সোমপ্রকাশ

[illegible] বৎসর বা [illegible] । [illegible] ভাগ [illegible] । সন ১২৬৯ । ২ বৈশাখ । ইং ১৮৬২ ১৪ এপ্রেল

বার্ষিক মূল্য ৬ টাকা
অগ্রিম [illegible] ১০ টাকা

বিজ্ঞাপন ।

সোমপ্রকাশ গ্রাহক গণের প্রতি ।

চৈত্র মাস অতীত হওয়াতে অনেকের [illegible] সোমপ্রকাশের মূল্যকাল অতীত হইয়া[illegible] অতএব তাঁহাদিগকে বিনয়পূর্ব্বক জানান [illegible]তেছে, তাঁহারা অনুগ্রহপূর্ব্বক ত্বরা করিয়া [illegible] বৎসরের অগ্রিম মূল্য প্রেরণ করেন ।

বিজ্ঞাপন ।

সোমপ্রকাশের স্থান পরিবর্ত্ত ।

সোমপ্রকাশ যন্ত্র এতদিন যে স্থানে ছিল, [illegible] মাসের ১ লা, অবধি তাহা পরিত্যাগ [illegible] হইয়াছে । অতঃপর স্বাক্ষরিতকে পত্রাদি [illegible] হইলে কলিকাতার দক্ষিণ পূর্ব্ব [illegible] রেলওয়েএর সোনারপুর ষ্টেসনের ষ্টেসনমাষ্টর [illegible] নিকটে পাঠাইলে আমরা পাইব ।

বিজ্ঞাপন ।

[illegible] গবর্ণমেণ্টের গেজেটে যে সকল [illegible] অর্ডর এবং রাজকীয় বিজ্ঞা[illegible] প্রকাশ হয় তৎসমুদয়ের অবিকল [illegible] [illegible] আবশ্যকতার সংক্ষিপ্ত [illegible] পত্রিকাকারে [illegible] প্রতি মাসে [illegible] প্রকাশ করিয়াছি এবং [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

আমি [illegible] নিকটে এক নূতন উপায় ও সুবিধা সংস্থাপন করিয়া সর্ব্বত্র গ[illegible] [illegible] রেজিষ্টরী করিয়াছি তথায় অর্থাৎ [illegible] বাঙ্গালা অনুবাদ পত্রিকাকারে প্রচার করিতে কেবল আমি একাধিকার প্রাপ্ত হইয়াছি। অতএব গবর্ণমেণ্টের [illegible] অনুমতি [illegible] সর্ব্ব সাধারণকে বিজ্ঞাপন করা যাইতেছে যে অন্য কেহ [illegible] প্রকাশিত অনু[illegible] বাঙ্গালা অনুবাদ কেহ পুস্তক পত্রিকাকারে প্রচার না করেন । যদি কেহ তাহা করেন তবে তিনি আমার ক্ষতি [illegible] দায়ী হইবেন ।

শ্রীরাধিকাচন্দ্র [illegible] ঢাকার সদর [illegible] আদালতের উকীল ।

বিজ্ঞাপন ।

সর্ব্ব সাধারণকে জ্ঞাত করা যাইতেছে যে আমার [illegible] অর্থাৎ [illegible] এক জন [illegible] [illegible] ৫০ টাকা মাসিক বেতনে [illegible] হইয়াছে যে কেহ উহার নিমিত্ত উমেদার হইবেন তেহ আপন [illegible] ও [illegible] [illegible] দরখাস্ত আমাকে পাঠাইবেন, উক্ত [illegible] [illegible] [illegible] কার্য্য করা যাইবেক ।

[illegible] } [illegible] পর্ম্মার্ক, [illegible] [illegible]
তাং ২৫ মার্চ ৬২ } [illegible] ইনফিরিয়ার [illegible] গী [illegible] পর্ম্মার্ক ।

বিজ্ঞাপন

[illegible] [illegible]

মূল্য ১ এক টা

[illegible] [illegible] পুস্তকালয়ে [illegible] [illegible] [illegible] [illegible] ।

[illegible]

[illegible] [illegible]

[illegible] পুস্তকালয়ে বিক্রয়ার্থ প্রস্তুত আছে ।

বিজ্ঞাপন ।

শ্রীযুক্ত [illegible] বিদ্যাসাগর ও শ্রীযুক্ত বাবু দেবেন্দ্রনাথ ঠাকুরের [illegible] [illegible] [illegible] [illegible] করা হইয়াছে । ইহার [illegible] [illegible] মূল্য এক টাকা । সংস্কৃত যন্ত্রে [illegible] [illegible] ৮ নং [illegible] [illegible] [illegible] ।

এম, সি, [illegible] [illegible] ।

সোমপ্রকাশ ।

২ রা বৈশাখ ।

[illegible] ।

১২৬৮ সাল [illegible] [illegible] পরিত্যাগ করিলেন, [illegible] [illegible] হইতে চলিল । [illegible] হইতে আমরা ([illegible]) [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] নিকটে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] । [illegible] কেবল [illegible] গবর্ণমেণ্টের মত, [illegible] [illegible] উপস্থিত হইয়াছে । [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] গ্রহণ করিবে [illegible] [illegible] কি রাজস্ব, কি [illegible], কি [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

সোমপ্রকাশ

নব প্রকৃতিভিহতায় [illegible] নবনবী [illegible] ন [illegible]।

[illegible] { সন ১২৬৯। ২ বৈশাখ। ইং ১৮৬২ ১৪ এপ্রেল { বার্ষিক মূল্য [illegible] টাকা / অগ্রিম [illegible] ১০ টাকা

বিজ্ঞাপন।

সোমপ্রকাশ গ্রাহক গণের প্রতি।

[illegible] অতীত হইয়াছে আমাদের [illegible] সোমপ্রকাশের [illegible] অতীত হইয়া[illegible] অতএব তাঁহাদিগকে বিনয়পূর্ব্বক জানান [illegible]তেছে, তাঁহারা অনুগ্রহপূর্ব্বক [illegible] করিয়া [illegible] অগ্রিম মূল্য প্রেরণ করেন।

বিজ্ঞাপন।

সোমপ্রকাশের স্থান পরিবর্ত্ত।

সোমপ্রকাশ যন্ত্র এতদিন যে স্থানে ছিল, [illegible] মাসের [illegible] তাহা পরিত্যাগ [illegible] হইয়াছে। [illegible] পত্রাদি [illegible] হইলে কলিকাতার দক্ষিণ পূর্ব্ব [illegible] সোনারপুর ষ্টেশনের [illegible] নিকটে পাঠাইলে আমরা পাইব।

বিজ্ঞাপন।

[illegible] গবর্ণমেন্টের [illegible] যে সকল [illegible] এবং রাজকীয় [illegible] প্রকাশ [illegible] অবিকল [illegible] অনুবাদ [illegible] পত্রিকাকারে [illegible] প্রকাশ করিয়াছি এবং [illegible] [illegible]

আমি [illegible] শিক্ষার্থি এক [illegible] উপায় ও সুবিধা সম্পাদন করিয়া [illegible] কর্ণেল [illegible] কাছে [illegible] বিধ বাঙ্গলা অনুবাদ পত্রিকাকারে প্রচার করিতে যেরূপ আমি একাধিকার প্রাপ্ত হইয়াছি, অতএব গবর্ণমেন্টের [illegible] সর্ব্ব সাধারণকে বিজ্ঞাপন করা যাইতেছে যে অন্য কেহ [illegible] প্রকাশিত [illegible] বাঙ্গলা অনুবাদ কোনো পুস্তক পত্রিকাকারে প্রচার না করেন। যদি কেহ তাহা করেন তবে তিনি আমার ক্ষতি [illegible] দায়ী হইবেন।

শ্রীরাধিকা [illegible] কৌশিক ঢাকার সদর [illegible] আদালতের উকীল।

বিজ্ঞাপন।

সর্ব্ব সাধারণকে জ্ঞাত করা যাইতেছে যে আমার [illegible] এক জন [illegible] ৫০ টাকা মাসিক বেতনে [illegible] হই[illegible] যে কেহ [illegible] হইবেন [illegible] আপন [illegible] পত্র ও [illegible] দরখাস্ত আমাকে পাঠাইবেন, [illegible] কার্য্য করা যাইবেক।

[illegible] তাং ২৫ মার্চ ৬২	চার্লস [illegible] কোম্পানির [illegible] পণ্ডিত।

বিজ্ঞাপন

[illegible] মূল্য [illegible] এক টা

[illegible] পুস্তকালয়ে [illegible] পাওয়া যাইবেক।

[illegible]

সংস্কৃত ও [illegible] পুস্তকালয়ে বিক্রয়ার্থে প্রস্তুত আছে।

বিজ্ঞাপন।

শ্রীযুক্ত [illegible] বিদ্যাসাগর ও শ্রীযুক্ত [illegible] দেবেন্দ্রনাথ ঠাকুরের [illegible] মুদ্রিত করা হইয়াছে। ইহার [illegible] মূল্য এক টাকা। সংস্কৃত যন্ত্রে [illegible] ৮ নং [illegible] করিলে পাইবেন।

[illegible] কোম্পানি।

সোমপ্রকাশ।

২ রা বৈশাখ [illegible]

১২৬৮ [illegible] পরিত্যাগ করিলেন, [illegible] হইতে চলিল। [illegible] হইতে আমরা (ভারতবর্ষবাসীরা) [illegible] লাভ করিয়াছি [illegible] নিকটে [illegible] আবশ্যক। [illegible] গবর্ণমেন্টের [illegible], আমাদের [illegible] হইয়াছে। [illegible] ভারতবর্ষের [illegible] অবলোকন [illegible] গ্রহণ করিবে [illegible] কি [illegible], কি [illegible], কি [illegible] [illegible] [illegible]

তাঁহারা যদি [illegible] দৈবশক্তিতে পুনর্জ্জীবিত হন, তাহা হইলে বোধ হয় তাঁহারা এক্ষণকার ভারতবর্ষকে তখনকার ভারতবর্ষ বলিয়া চিনিতে পারেন না।

১। রাজস্ব—দুই বৎসর পূর্ব্বে আমরা ভারতবর্ষীয় গবর্ণমেন্টের অর্থের অসঙ্গতি দেখিয়া সাতিশয় শঙ্কিত হইয়াছিলাম। ছয় কোটি টাকা কিরূপে পরিপূর্ণ হইবে, তাহা ভাবিয়া স্থির করা ভার হইয়াছিল। উইলসন সাহেব আয়ব্যয়ের সমতা বিধান করিতে আসিয়া ইনকম টাক্স প্রচলিত ও লাইসেন্স টাক্স ও নোট প্রচলনের প্রস্তাব করিয়া যান। তিনি ব্যয় সংক্ষেপার্থ যে সমস্ত উপায় অবলম্বনের সঙ্কল্প করিয়াছিলেন, অকালে মৃত্যু হওয়াতে সে মনস্কামনা সিদ্ধ হইল না। তাঁহার মৃত্যুর পর লেঙ্গ সাহেব কলিকাতায় আসিয়া ব্যয় সংক্ষেপরূপ গুরুভার গ্রহণ করিলেন। তিনি দেখিলেন নূতনবিধ কর দ্বারা অসঙ্গতি দূর করা অসাধ্য। যত দিন অপরিমিত সৈন্য, ও নানাপ্রকার অনাবশ্যক ব্যয় থাকিবে, ততদিন কোন ক্রমেই অর্থের অসঙ্গতি দূর হইবার সম্ভাবনা নাই। তিনি অপরিমিত সৈন্য ও রাজ্য সংক্রান্ত ব্যয়ের সংক্ষেপকার্য্যে প্রবৃত্ত হইলেন। যাঁহারা পূর্ব্বতন প্রথার অনুসরণ করিয়া আসিতেছিলেন, তাঁহারা ব্যয় সংক্ষেপের নাম শুনিয়া বিরক্ত হইয়া উঠিলেন। কিন্তু লার্ড কানিঙ ও সর বার্টল ফ্রিয়ার কাহারও বাক্যে কর্ণপাত না করিয়া লেঙ্গ সাহেবের সহায়তা করিতে লাগিলেন। অতঃপর মিলিটারি ও সিবিল ফিনান্স কমিসন নিযুক্ত হইলেন। কর্ণেল বালফোর সৈন্য সংক্রান্ত ও টেম্পল সাহেব রাজ্য সংক্রান্ত অন্য ব্যয় সংক্ষেপে প্রবৃত্ত হইয়া আফিসের অনাবশ্যক কর্ম্মচারিকে ছাড়ান হইল। কয়েটি জেলা অ[illegible] জেলার বিভাগমাত্র করা হইল না। এতদ্ভিন্ন গবর্ণমেন্ট যে বিষয়ে যে ব্যয় করিতেন, তাহা অত্যাবশ্যক কি না, তাহা বিবেচনা করিয়া ব্যয় সংক্ষেপের প্রস্তাব করা হইল। বজেট প্রণালীর সৃষ্টি হইল। ব্যয় সংক্ষেপের এমনি আগ্রহ হইয়া উঠিল যে ফিনান্স কমিসন কয়েকটি কালেজ উঠাইয়া দিবার প্রস্তাব করিলেন কিন্তু সৌভাগ্যক্রমে ভারতবর্ষীয় গবর্ণমেন্ট ঐ প্রস্তাবের অনুমোদন করিলেন না। এদিকে কর্ণেল বালফোর বহুসংখ্য সিপাহী ও পুলিষ সৈন্য ছাড়াইয়া দিবার এবং এক লক্ষ দশহাজার সৈন্য রাখিবার অনুরোধ করিলেন। ইউরোপীয় সেনার সংখ্যা কমাইয়া দিবার তাঁহার ইচ্ছা ছিল, লেঙ্গ সাহেব ও ভারতবর্ষীয় গবর্ণমেন্টেও ষ্টেটসেক্রেটারিকে এবিষয়ের জন্য লিখিয়াছিলেন, কিন্তু তাঁহাদিগের চেষ্টা সফল হইল না। যাহা হউক, সৈন্য সংক্রান্ত অনেক ব্যয় সংক্ষেপ করা হয়। লেঙ্গ সাহেব এপ্রেল মাসে আয় ব্যয়ের হিসাব দিয়া ব্যবস্থাপক সভায় বলিলেন আর নূতনবিধ করের প্রয়োজন নাই, আয়ব্যয়ের সমতাবিধান হইয়াছে। এই কথা শুনিয়া সকলে স্থির করিলেন লাইসেন্স টাক্স প্রবর্ত্তিত হইবে না। কিন্তু লেঙ্গ সাহেব পীড়াবশতঃ ইংলণ্ডে যাওয়াতে এবং চীন দেশে অহিফেনের মূল্য হ্রাস হওয়াতে [illegible] সর বার্টল ফ্রিয়ার লাইসেন্স টাক্স প্রচলিত করিলেন। চতুর্দ্দিকে অসন্তোষ ধ্বনি উত্থিত হইল। আসেসরেরাও আইনের অর্থ বিশদরূপে বুঝিতে পারিলেন না। এই করসংগ্রহ স্থগিত রহিল। পরিশেষে লার্ড কানিঙ স্বদেশ যাত্রাকালে এই ঘৃণিত আইন উঠাইয়া দিলেন। যাঁহাদিগের নিকট হইতে লাইসেন্স টাক্স লওয়া হইয়াছিল, তাহাদিগকে তাহা ফিরাইয়া দেওয়া হইল।

এক্ষণে ভারতবর্ষের অর্থের অসঙ্গতি দূর হইয়াছে। যদি ইউরোপীয় সেনা কমাইয়া ৫০,০০০ করা হয় এবং ইংলণ্ডীয় [illegible] স্থান করা হয়, তাহা হইলে আমাদিগের [illegible] ব্যয়ে [illegible] উদ্বৃত্ত হইতে পারে। এখনও রেইলওয়ের [illegible] বাদ দিলে প্রায় দুই কোটি টাকা উদ্বৃত্ত থাকে। বাণিজ্যের ক্রমশঃ বৃদ্ধি হইতেছে। ইনকম টাক্স উঠিয়া যাইবে, সকলে এই প্রকার সম্ভাবনা করিতেছেন। ওদিকে মাঞ্চেষ্টরের [illegible] বস্ত্রের আমদানী কর উঠাইবার চেষ্টা পাইতেছেন। কিন্তু ভারতবর্ষীয় গবর্ণমেন্ট, সাধারণ লোকে এবং ইংলণ্ডীয় গবর্ণমেন্ট তাঁহাদিগের এই প্রার্থনা অন্যায় বলিয়া [illegible] উপেক্ষা প্রদর্শন করিয়াছেন

২। ব্যবস্থাপক সভা—লার্ড ডালহৌসি ১৮৫৩ অব্দে ব্যবস্থাপক সভার সৃষ্টি করিয়া যান। যাবতীয় প্রেসিডেন্সির এক এক জন বেতনভোগী প্রতিনিধি, গবর্ণর জেনরলের কৌন্সিলের মেম্বরেরা ও সুপ্রিম কোর্টের জজেরা উহার সভ্য মনোনীত হন। যখন সর চার্লস উড মহীসূরের রাজবংশীয়দিগকে অর্দ্ধকোটি টাকা দেওয়াতে সকলে অতিশয় বিরক্ত হন, তৎকালে সর বার্নেস পিকক ব্যবস্থাপক সভার অধীন হইয়া সবিশেষ সাহস সহকারে তাহার কারণ জিজ্ঞাস করেন। গবর্ণমেন্ট লাইসেন্স বিলের বিষয় বিবেচনা করিতে বলিলে তিনি স্পষ্টাক্ষরে বলিলেন, প্রচলিত করের ব্যয়ের হিসাব না পাইলে সভা নূতনবিধ কর স্থাপনে সহায়তা করিবেন না। তাঁহার এই স্থির প্রতিজ্ঞা ও সাহসিকতা দর্শন করিয়া ভারতবর্ষীয় গবর্ণমেন্ট ভীত হইয়া ষ্টেট সেক্রেটারিকে পত্র লিখিলেন। সরচার্লস উড ইংলণ্ডীয় মহাসভার অনুমতি লইয়া পূর্ব্বতন ব্যবস্থাপক সভা উঠাইয়া দিলেন। তৎপরিবর্ত্তে ভারতবর্ষের স্বতন্ত্র, বঙ্গদেশ এবং বোম্বাই ও মান্দ্রাজে স্বতন্ত্র স্বতন্ত্র সভা সংস্থাপন করিবার আজ্ঞা করিলেন। এ

কল সভাস অন্যান্য রাজপুরুষেরা ইউ-রোপী। ও এদেশীয়েরা প্রবেশ করিবার অ-নুমতি পাইয়াছেন। ইহা এদেশীয়দিগের একটী উন্নতির সোপান সন্দেহ নাই। সুপ্রি-ম কোর্টের জজের আর সভ্য বলিয়া পরি-গণিত নহেন। কিন্তু গবর্ণর জেনরল ইচ্ছা করিলে তাঁহাদিগের মত লইতে পারিবেন। দেশের নাম অবধি এই সকল সভার কার্য্য আরম্ভ হইয়াছে। যে যুক্তি অবলম্বন ক-রিয়া সভা সংস্থাপন হইয়াছে তাহাতে সভার স্বাধীনতা নাই। পরাধীন সভা হই-তে কাঙ্ক্ষিত ফললাভের প্রত্যাশা করাও যায় না; কিন্তু এতদ্দেশীয় ব্যবস্থাপক-গণ ...দূর্শ সাহস, রাজনীতিজ্ঞতা ও স্বদেশ-হিতৈষিতা প্রদর্শন করিতেছেন, তাহাতে দেশের সবিশেষ ইষ্টলাভ হইবে এরূপ প্রত্যাশা করাও যাইতেছে। রাজা দিনকরাও, বাবু প্রসন্নকুমার ঠাকুর, রাজা দেবপ্রতাপচন্দ্র সিংহ প্রভৃতি সকলেই স্বাধীনবুদ্ধি হইয়া সবিশেষ পারদর্শিতা সহকারে নিজ নিজ কর্ত্তব্য কার্য্য সম্পাদন করিতেছেন। বিশে-ষতঃ রাজা দিনকরাও যেরূপ অসামান্য বুদ্ধিমত্তা ও বিচক্ষণতা প্রদর্শন করিতেছেন, তাহাতে তিনি প্রধান রাজনীতিজ্ঞ ... বিশেষরূপে এ দেশের ... পারিবেন সন্দেহ নাই।

২। নূতন বিচারালয় প্রভৃতি।—যে ... সময় ভারতবর্ষে নূতন ব্যবস্থাপক সভা স্থাপন করেন, তদ্বারাই ... পরিবর্ত্তে উচ্চতম বিচারালয় স্থাপন করিবার আজ্ঞা হয়। সি-বিলিয়ানেরা এত দিন ... প্রধান প্রধান পদ সকল একচেটিয়া করিয়া রাখিয়া-ছেন; গুণ ও কার্য্যদক্ষতা থাকুক আর না থাকুক, সিবিলিয়ান হইলেই কাল সহকারে উচ্চতর পদ পাইয়া থাকেন। য-দিও এই কুরীতি এখন আংশিক পরি-বর্ত্তিত করিয়া আনিক্রিতদিগকে উচ্চপদ দিবার আজ্ঞা করিয়াছেন। ইহার মধ্যেই দুইজন অতিরিক্ত সহকারী সেক্রেটারি হইয়াছেন। ক্রমশঃ নূতন নূতন দ্বার উ-দ্ঘাটিত হইবে।

সদর আদালত ও সুপ্রিম কোর্ট একত্র করা হইবে। ইহাতে ১৩ জন বিচার পতি হইবেন। বর্ত্তমান সুপ্রিম কোর্টের বিচারপতিরা, সদর আদালতের সিবি-লিয়ান বিচারপতিরা, একজন ব্যারি-ষ্টর এবং একজন এতদ্দেশীয় বিচার কার্য্যে নিয়োজিত হইবেন। সকলেরই বেতন সমান হইবে। এদেশীয় ও ইউরো-পীয় বলিয়া রাজপুরুষদিগের মধ্যে যে পক্ষপাত বিরাজমান দৃষ্ট হয়, এব-ম্বিধ তৎপ্রাদুর্ভাব দৃষ্ট হইতেছে না। বিচারপতিরা মধ্যে মধ্যে ... যাই-বেন।

১৮৬২ খৃঃ অব্দের আরম্ভ অবধি দ-ণ্ডবিধানের আইন ও ফৌজদারি আইন প্রচলিত হইয়াছে। এই আইনের আং-শিক দোষ আছে, তাহা আমরা অস্বীকার করি না, কিন্তু পাপক্রিয়ার দমন বিষয়ে ইহার সবিশেষ উপযোগিতা দৃষ্ট হই-তেছে। এতদ্দেশের ... মধ্যে মিথ্যা সাক্ষ্যের ... অনেক কমিয়া আসি-য়াছে। ... দ্বারা ... হই-তেছে। ... স্বাধীনতার এ-... ন দিন ... কিন্তু ভারতবর্ষে ... হাস ... এই প্রতিবন্ধক আছে। ... একটি শাখা হইয়াছে। মফস্বলে ছোট আদা-লত ... হইয়াছে। নরেন্দ্রনাথ ব্যারি-ষ্টর ও সদর আলা এই সকল পদ প্রাপ্ত হইয়াছেন; কিন্তু ব্যারিষ্টরদিগকে উচ্চপদ প্রদান করাতে সবিশেষ উপকার দর্শে নাই।

৪। পুলিস—ভারতবর্ষের বিশেষতঃ বঙ্গদেশের পুলিস অতি জঘন্য। তাঁহারা এদেশে কনষ্টাবুলারি পুলিস স্থাপিত হই-য়াছে। এই প্রণালী অনুসারে একজন তত্ত্বাবধায়ক ও কয়েকজন সহকারী তত্ত্বাব-ধায়ক, ইনস্পেক্টর ও দারগা নিযুক্ত হই-বেন। মাজিষ্ট্রেটেরা আর পূর্ব্ববৎ পুলি-সের উপরে সাক্ষাৎ সম্বন্ধে কর্ত্তৃত্ব চালনা করিতে পারিবেন না। একজন কমি-শনর এবিষয়ের প্রধান কর্ত্তা হইবেন।

৫। সৈন্য—যেমন একদিকে পুলিসের উৎকর্ষ সাধিত হইতেছে, তেমনি অপর দিকে সেনাসংখ্যা কমান হইতেছে। ... বর্ষে ভারতবর্ষীয় ও ইংলণ্ডীয় উভয় সেনাদলের একত্র সম্পাদন করা হই-য়াছে। এই নিয়ম হওয়াতে পূর্ব্বতন কো-ম্পানির সেনাপতিদিগের কিঞ্চিৎ অসু-বিধা হইয়াছে। অনেকে পেন্সন লই-তেছেন। অল্পদিনের মধ্যেই সেনা সম্বন্ধে কোম্পানির নাম লোপ হইবে সন্দেহ নাই। এক্ষণে ১,১০,০০০ সিপাহী ৮০,০০০ ইউরোপীয় সৈন্য ভারতবর্ষে আছে। তদ্ভিন্ন আমাদিগকে হয়ত ১২,০০০ অকর্ম্মণ্য সেনার বেতন দিতে হইতেছে। ইংলণ্ডে ও এখানে ঐ সকল সেনার জন্য আমাদিগের প্রায় ... কোটি টাকা (বঙ্গদেশের রাজস্ব!) যাইতেছে!!! ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট বারম্বার ইহার প্রতিবাদ করিতেছেন, ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট এপর্য্যন্ত তাঁহাদিগের কথায় কর্ণপাত করেন নাই।

৬। নোট—১লা মার্চ্চ অবধি গবর্ণমেণ্টের নোট প্রচলিত হইয়াছে। ... বঙ্গদেশীয় ব্যাঙ্কের সহিত ... হইয়া গিয়াছে। লোকে গবর্ণমেণ্টের ... লইতে অসম্মতি বা অনিচ্ছা প্রকাশ করেন না। অধিক পরিমাণে নোট চলন হওয়ায় ব্যয় সংক্ষেপের একটী উপায় ... পায়। ব্যাঙ্ক নোট ক্রমে লোপ পাই-তেছে, কারণ ব্যাঙ্কে যে নোট যাই-তেছে তাহা আর বাহির হইতেছে না। মেণ্ট চারি কোটি টাকার নোট

া গবর্ণমেণ্ট কাগজ ক্রয় করিতেছেন। ত বশতঃ কাগজের বাজার অতিশয় গরম হইয়াছে। কিন্তু রাজস্ব বিষয়ে পারদর্শী ব্যক্তিদিগের অনেকে বলিতেছেন, শেষে গবর্ণমেণ্টকে ক্ষতি গ্রস্ত হইতে হইবে।

৭। নীল—নীলঘটিত গোলযোগও গত বৎসরের ঘটনা মধ্যে সামান্য বলিয়া পরিগণিত নহে। গত দুই বৎসর কাল নীলঘটিত গোলযোগ হইতেছে। নীলকরেরা সর্বতোভাবে প্রজার নিকটে পরাজিত হইয়া শেষে তাহাদিগকে জব্দ করিবার অভিপ্রায়ে অসঙ্গত করবৃদ্ধি করিতে আরম্ভ করেন। সুতরাং প্রজারাও তাহাতে অসম্মত হন। তাহাতে নীলকরেরা এই কথা প্রকাশ করিয়া দিলেন প্রজাগণ ইউরোপীয়দিগকে এদেশ হইতে দূর করিবার চেষ্টায় আছে। গবর্ণর জেনরল তাঁহাদিগের মায়াকান্নায় ভুলিয়া গিয়া বিশেষ কমিসনর নিয়োগের অনুমতি করিলেন। তদনুসারে মণ্টেগুমরি ও মরিস সাহেব নদীয়া, যশোহর ও পাবনায় গমন করিলেন। তাঁহারা অনুসন্ধান করিয়া জানিতে পারিলেন প্রজাদিগের নীলবপন না করাই নীলপ্রধান প্রদেশের নীলঘটিত গোলযোগের কারণ। যেস্থলে নিয়মিত কর লওয়া হইতেছে, সেখানে প্রজারা কোন [illegible] করিতেছে না। এই ব্যাপার গোলযোগ হইতেছে ইতিমধ্যে নীলদর্পণ প্রকাশিত হইল। লঙ সাহেব অনুবাদ করিয়া বঙ্গদেশীয় গবর্ণমেণ্টের সেক্রেটারি সিটনকার সাহেবের দ্বারা তাহার কয়েক খণ্ড বিতরণ। কার সাহেব বাহাদুর সর্ চারলস উড, লার্ড মাকোটনবরি প্রভৃতি ইংলণ্ডের কয়েকজন প্রধান লোকের নিকটে ও এদেশীয় কয়েকজন সম্পাদকের নিকটে [illegible] প্রেরণ করিলেন। দোষের মধ্যে এই, পুস্তক [illegible] গবর্ণমেণ্টের নামে প্রেরণ করা হয়। নীলকরেরা এই সুযোগ পাইয়া বৈরনির্যাতনার্থী হইয়া লেপ্টেনণ্ট গবর্ণরের নিকটে পুস্তক প্রেরণ কর্ত্তার নাম ও পুস্তক প্রেরণের কারণ জিজ্ঞাসা করিলেন। তিনি এই উত্তর দিলেন, তাঁহার আজ্ঞানুসারে পুস্তক প্রেরিত হয় নাই, এবং পুস্তকের মধ্যে কাহার গ্লানি সূচক কোন কথাও নাই। কিন্তু নীলকরেরা এই উত্তর পাইয়া তুষ্ট হইলেন না। তাঁহারা রাগান্ধ হইয়া পুস্তক মুদ্রণ কর্ত্তা মানুয়েলের নামে নালীশ করিলেন। অতঃপর লঙ সাহেব নিজের নাম ব্যক্ত করিলেন। নীলকরদিগের বাদে তাঁহার নামে মোকদ্দমা হইতে লাগিল। সর মর্ডান্ট ওয়েলস বিচারাসনের অনুচিত পক্ষপাত, রূঢ়তা, উদ্ধতা, ও অদূরদর্শিতার পরিচয় প্রদান করিয়া লঙ সাহেবের এক মাস কারাবাস ও ১০০০ টাকা জরিমানার আজ্ঞা দিলেন। নীলকর ও কয়েকজন বণিক ভিন্ন সকল লোকেই লঙ সাহেবের দুঃখে দুঃখিত হইলেন। বাবু প্রতাপচন্দ্র সিংহ তাঁহার উকীলের ব্যয় ও বাবু কালীপ্রসন্ন সিংহ জরিমানার টাকা দিলেন। অনেকে ইহা অপেক্ষা দশ গুণ টাকা দিতেও সম্মত ছিলেন। লঙ সাহেব এক মাস পরে কারাগার হইতে বাহির হইলেন। চারি দিক হইতে তাঁহার নিকটে সাধুবাদ সূচক পত্র আসিতে লাগিল। ইংলণ্ডীয় লোকেরাও তাঁহার দুঃখে দুঃখ প্রকাশ করিলেন। লঙ সাহেবের বিচার কালে সর মর্ডান্ট ওয়েলস যাবতীয় বাঙ্গালীকে [illegible] দিয়াছিলেন বলিয়া এতদ্দেশীয় সমুদায় [illegible] লোক একত্র হইয়া সভা [illegible] রাধাকান্ত দেবের বাটীতে এক সভা করিয়া সর মর্ডান্ট ওয়েলসের কুস্বভাবের বিষয় ষ্টেট সেক্রেটারির গোচর করিলেন। প্রায় ২০,০০০ লোক ঐ আবেদন পত্রে স্বাক্ষর করেন। বিশেষ আশ্চর্য্যের বিষয় এই আবেদন পত্র গোপনে মুদ্রিত হইয়া স্বাক্ষরার্থ প্রায় এক মাস চতুর্দ্দিকে প্রেরিত হয়, ইংলিসম্যান ও হরকরা সম্পাদক একখণ্ডের জন্য ৫০০ টাকা দিতে চাহিয়াছিলেন, এরূপ [illegible] হইয়াছিল যে তথাপি কেহ এ[illegible] খণ্ড দেন নাই। সর চারলস উড আবেদনের উত্তর দান কালে মর্ডান্ট ওয়েলসকে সাবধান করিয়া দিলেন। সেই অবধি [illegible] বিচার কর্ত্তার স্বভাবের অনেক পরিবর্ত্ত [illegible] য়াছে। গত ফৌজদারি সেসিয়নে তিনি ইউরোপীয়দিগের পাপক্রিয়ার বৃদ্ধি দেখিয়া প্রকাশ্যরূপে কোপ প্রকাশ করিয়াছেন।

ওদিকে মণ্টেগুমরি ও মরিস সাহেবের রিপোর্ট প্রাপ্ত হইয়া ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট তাঁহাদিগকে ধন্যবাদ দিলেন কিন্তু গত অক্টোবর মাসে লাণ্ড হোল্ডার্স সভা আমাদিগের দেশ [illegible] করিয়া পুনরায় নীলঘটিত গোলযোগের বিষয় গবর্ণমেণ্টের গোচর করিলেন। [illegible] ও কামিঙ্ক এর বর্ত্তীন ক্রিয়ালের পরা[illegible] র্শ ক্রমে গ্রাণ্ট সাহেবকে এক কঠিন পত্র লিখিয়া এই বলিয়া তিরস্কার করিলেন [illegible] তিনি নীল কমিসনরদিগের বিশেষরূপে [illegible] শংসা করেন নাই এবং কমিসনরেরাও [illegible] বল বিবাদের কারণ অন্বেষণ করিয়া কা[illegible] ল হরণ করিয়াছেন। অতএব পুনরায় নূতন কমিসনর নিযুক্ত করিয়া নীলকর ও প্রজাদিগের পরস্পর সদ্ভাবে সম্প[illegible] করিবার আজ্ঞা হইল। [illegible] এই অন্যায় পত্রের প্রত্যুত্তর [illegible] তাঁহার যথার্থ বলিলেন, তিনি ও কমিসনরেরা গবর্ণর জেনরেলের আজ্ঞানুসারে কার্য্য করিয়াছেন। ফলতঃ গবর্ণর জেনরেলের তাদৃশ পত্র লিখিবা লেপ্টেনণ্ট গবর্ণরের অবমাননা করা অনুচিত হইয়াছে। [illegible] তাঁহার বুদ্ধিপূর্ব [illegible] হয় নাই। যাহা হউক, কর আদায়ের জন্য পুনর্ব্বার দুই জন কমিসনর [illegible] কালেক্টর ও মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রা[illegible]

...রা নীগ প্রধান প্রদেশে ভ্রমণ করিয়া-...ছেন।

৮। তুলা—আমেরিকার গৃহ বিচ্ছেদ ওয়াতে ম্যাঞ্চেষ্টরের তন্তুবায়বর্গের সে-...ান হইতে তুলা আনয়ন দুর্ঘট হইল। ...মনি ভারতবর্ষে তাঁহাদিগের দৃষ্টি ...তিত হইল। ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট তদ...র্থ নানা দিকে কমিসনর প্রেরণ করিলেন। ...ভূমি সকল নিষ্কর বিক্রয় করিবার আদে-...শ হইল। চতুর্দ্দিকে রাজপথাদি প্রস্তুত ...হইতে লাগিল।

৯। রেলওয়ে—ভারতবর্ষের রেইলওয়ে ...ক্রমশঃ প্রস্তুত হইতেছে। একদিকে ক...লিকাতা হইতে মুঙ্গের, আলাহাবাদ হই...তে আগরা, লাহোর হইতে অমৃতসর, করাচি হইতে বরদা, এবং মান্দ্রাজ হই...তে নীলগিরি পর্য্যন্ত লৌহবর্ত্ম সকল চলি...তেছে (সম্প্রতি প্রায় সহস্রক্রোশ রেইল...ওয়ে খুলিয়াছে) ওদিকে মান্দ্রাজ রেইলওয়ে কতকদূর খুলিয়াছে। অল্পকালের ...মধ্যে পূর্ব্ব বাঙ্গলার রেলওয়ে গাড়ি চলি-...বার সম্ভাবনা আছে। এই দুইটী রেল-...ওয়ে সম্পূর্ণ হইলে বাণিজ্যের সবিশেষ ...শ্রীবৃদ্ধি হইবার সম্পূর্ণ সম্ভাবনা আছে।

১০। পবলিক ওয়ার্ক—গবর্ণমেণ্ট রা...জপথাদির বিষয়ে সবিশেষ যত্নবান হই-...য়াছেন। ইনকমটাক্স হইতে ৩২ লক্ষ ...ও সাধারণ রাজস্ব হইতে প্রায় দুই কো...টি টাকা দেওয়া হইয়াছে। বাণিজ্যের ও ...তুলা রপ্তানী করিবার সুবিধা করাই এই ...ব্যয়ের প্রধান উদ্দেশ্য।

১১। বিদ্যাশিক্ষা—গবর্ণমেণ্ট শিক্ষা-...কার্য্যে কিঞ্চিৎ মনোযোগী হইয়াছেন। এ ...বিষয়ে আর দশলক্ষ টাকা দিবার আজ্ঞা হ...ইয়াছে। বঙ্গদেশীয় রাজস্ব হইতে বিশ্ববি...দ্যালয়ের বাটীর জন্য দেড় লক্ষ টাকা দেও...য়া হইয়াছে। শীঘ্র একটী জাতিসাধারণ ...শিক্ষাপ্রণালী স্থাপিত হইবে, ইংলণ্ড হই...তে এবিষয়ে আজ্ঞা আসিয়াছে। চতুর্দ্দিকেই বিদ্যাবিষয়িণী উন্নতি দৃষ্ট হইতে...ছে। জাতীয় শিক্ষাপ্রণালী স্থাপিত হইলে সততার আলোক আরও বিস্তৃত হইবে সন্দেহ নাই।

১২। দুর্ভিক্ষ ও মারীভয়—গত ৬২ সন উত্তর পশ্চিমাঞ্চলে ও পঞ্জাবে দুর্ভিক্ষ হইয়া বিস্তর লোক প্রাণত্যাগ করে। ভার...তবর্ষীয়সভা আপনাদিগের স্বাভাবিক দেশহিতৈষিতা গুণ প্রভাবে বণিক সম্প্রদা...য়ের সহিত মিলিত হইয়া এক চাঁদা করি...লেন। এ দেশের সকল স্থান হইতে টাকা আসিতে লাগিল। ইংলণ্ডীয় লোকেরা নৈসর্গিক বদান্যতা হেতু প্রায় দশলক্ষ টাকা প্রদান করিলেন। প্রায় ছয়মাস কাল দুর্ভিক্ষ ছিল। বণিক সম্প্রদায়ের সেক্রেটারি উড সাহেব ও কর্ণেল বেয়ার্ড স্মিথ এ বিষয়ে যথোচিত কষ্ট ও পরিশ্রম স্বীকার করিয়া দুর্ভিক্ষপীড়িত লোকদি...গের যথেষ্ট আনুকূল্য করেন। মিসনরিরা সর্ব্বকালে ও সর্ব্বস্থলেই দরিদ্রের সহায়...তা করিয়া থাকেন। পঞ্জাবের স্ট্রাগেট না...মে একজন পাদ্রি যারপর নাই কষ্ট সহ্য করিয়াছিলেন। অনন্তর, বাঙ্গলা দেশে বারা...সত, ত্রিবেণী, কালিসহর প্রভৃতি স্থানে মা...রীভয় উপস্থিত হয়। কলিকাতা ব্রাহ্ম স...মাজ দয়াবশম্বদ হইয়া এ বিষয়ে যথোচি...ত সাহায্য দান করেন।

১৩। এতদ্দেশীয় রাজগণের সম্মাননা—গতবৎসর এতদ্দেশীয় রাজগণের সম্মা...নার্থ এক প্রকার নূতন সম্মানচিহ্ন প্রব...র্ত্তিত হইয়াছে। মহারাজ সিন্ধিয়া, হোল...কার, পাতিয়ালার রাজা প্রভৃতি কয়েক জন প্রধান রাজা এই চিহ্ন প্রাপ্ত হইয়া...ছেন। লর্ড ডেলহাউসি এ দেশীয় রাজগ...ণকে উপেক্ষা ও অনাদর করিয়া যে অগ্নি প্রজ্বলিত করিয়া যান, লর্ড কানিঙ্গ এ দে...শীয় প্রধান ব্যক্তিদিগের সম্মাননা প্রথা দ্বারা তাহা নির্ব্বাণ করেন। ফলতঃ তিনি এই উপায় দ্বারা অনেক কার্য্য সাধন করিয়াছেন।

১৪। অবৈতনিক মাজিষ্ট্রেট—ইংলণ্ডীয় গবর্ণমেণ্টের আজ্ঞানুসারে এতদ্দেশীয় অ...নেক সম্ভ্রান্ত ব্যক্তিকে অবৈতনিক মাজি...ষ্ট্রেটের পদ প্রদত্ত হয়। পঞ্জাবে ও অযোধ্যায় ইহার উৎকৃষ্ট ফল প্রত্যক্ষ হইয়াছে। বঙ্গদেশে এই প্রথা প্রবর্ত্তিত হইয়াছে। কিন্তু পঞ্জাব ও অযোধ্যার ন্যায় এখানে ফল দর্শন হইতেছে না।

১৫। ভারতবর্ষীয় সভা—আমাদিগের দেশের যে দিনদিন শ্রীবৃদ্ধি হইতেছে, তদ্বিষয়ে কাহারও সন্দেহ নাই। বিদ্যা...শিক্ষা ইহার প্রধানতম কারণ। কিন্তু রাজ...নীতিঘটিত যে উন্নতি লাভ হইতেছে, তাহার প্রধান কারণ ভারতবর্ষীয় সভা। এই সভাকে এতদর্থ ধন্যবাদ দেওয়া উচিত। এই সভা প্রথমে জমীদারদিগের সভা বলি-...য়া পরিগণিত হইয়া ক্রমে সমস্ত ভারতবর্ষী...য়ের প্রতিনিধি বলিয়া পরিগণিত হইয়া...ছেন। এক্ষণে দেশের সমুদায় লোকই প্রায় তাঁহাদিগের মতে চলিতেছেন। শিবপুর, বা...রাসত, ও লক্ষ্ণৌ নগরে শাখা ভারতবর্ষীয় সভা স্থাপিত হইয়াছে। সভার অনুরোধে গবর্ণমেণ্ট অনেক কার্য্য করিয়াছেন ও করিতেছেন। সম্প্রতিকার তমাকের উপরে টাক্স পরিত্যাগ ইহার একটী প্রধান প্রমাণ। মফস্বলের স্থানে স্থানে যদি শাখা ভারতব...র্ষীয়সভা স্থাপিত হয় এবং সেই সেই সভা যদি এ দেশীয়দিগের শিক্ষাকার্য্যে মনোনি...বেশ করেন, স্বল্পকাল মধ্যেই এ দেশের সবিশেষ শ্রীবৃদ্ধি হইয়া উঠে।

পৃথিবীর অন্য অন্য অংশে যে সমস্ত ঘটনা ঘটিয়াছে, তাহার মধ্যে আমেরি...কার গৃহযুদ্ধই প্রধান। যেরূপ সম্বাদ পা...ওয়া যাইতেছে, তাহাতে এ যুদ্ধ শীঘ্রই শেষ হইবে এরূপ বোধ হইতেছে। ইটা...লিতে স্বাধীনতা ক্রমশঃ প্রবল হইতেছে। রোম ও ভিনিস ভিন্ন আর সকল স্থানের লোকেই রাজা বিক্টর ইমানিউএলের অধীনতা স্বীকার করিয়াছে। রুশীয়...

সম্রাট কৃষকদিগকে জমীদারদিগের দাসত্ব শৃঙ্খল হইতে মুক্ত করিয়া দিয়াছেন। তথায় স্বাধীন শাসনপ্রণালী স্থাপন করিবার ইচ্ছা ক্রমশঃ বলবতী হইতেছে। ইংলণ্ডের প্রধান ঘটনার মধ্যে রাজকুমার আলবার্টের মৃত্যু। তিনি ইংলণ্ডেশ্বরীর পাণিগ্রহণ করিয়া অবধি অধ্যবসায়সহকারে শাসনকার্য্যে যথোচিত সহায়তা করিতেছিলেন। তাঁহার মৃত্যুতে সকলেই দুঃখিত হইয়াছেন।

আদালতের সকল সময়ে
সদ্বিচার হয় না কেন?

এই প্রশ্নের মীমাংসা বড় সহজ নয়। অনেকে অনেক প্রকারে ইহার মীমাংসা চেষ্টা পাইয়াছেন, কিন্তু অদ্যাপি ইহার প্রকৃত সিদ্ধান্ত হয় নাই। কেহ অর্থি প্রত্যর্থির, কেহ আইনের, কেহ বা আমলার কেহ বা বিচারপতির প্রতি দোষারোপ করেন। অর্থি প্রত্যর্থি দোষবাদীরা বলেন, এদেশের লোকেরা মিথ্যাবাদী, প্রবঞ্চক ও জালকারী (সবিশেষ না জানিয়া সাধারণে এইরূপ দোষারোপ করা হইয়া থাকে) যাহারা মকদ্দমা করিতে যায়, তাহারা আদালতে প্রায় সত্য কথা কয় না। সমুদায় বিষয়ই মিথ্যাদ্বারা আচ্ছন্ন করিয়া রাখে। মকদ্দমাকারীদিগের এই প্রকার সংস্কার আছে, মিথ্যা না কহিলে মকদ্দমায় জয় হয় না। অতএব যে স্থলে সকলই মিথ্যা, সেখানে বিচারপতি কি করিতে পারেন? সদ্বিচারের পথ না পাইলে তিনি কিরূপে সদ্বিচার করিবেন?

যাঁহারা আইনের দোষ দেন, তাঁহারা বলেন, আইন অনুসারে বিচার করিতে গেলে বিচারকর্ত্তাকে [illegible]রূপে ব্যক্তির উপরেই নির্ভর করিতে হয়। এখন প্রকৃত লক্ষণাক্রান্ত ধার্ম্মিক ব্যক্তি মিলা ভার। যে ব্যক্তি সাক্ষ্যদান মুখে আদালতে অধিক [illegible] কহিতে ও বিচারকর্ত্তাকে অধিক প্রবঞ্চনা করিতে পারে, সেই প্রশংসিত হয়। যে ব্যক্তির বাক্যে বিশ্বাস করিয়া মকদ্দমার জয় পরাজয়ের অনুমতি দিতে হইবে, সেই যদি এইরূপ মিথ্যার আকর হইল, তাহা হইলে যথার্থ সদ্বিচার দর্শন প্রত্যাশা কোথায়?

আমলাদোষকীর্ত্তনকারিরা বলিয়া থাকেন, আদালতের আমলারাই সদ্বিচারলাভের মহান্ অন্তরায়। সং[illegible] সচ্চরিত্র ধার্ম্মিক ব্যক্তিরা প্রায় আমলারূপে আদালতে প্রবেশ করেন না। অসচ্চরিত্র ব্যক্তির দ্বারাই আদালত পরিপূর্ণ। তাদৃশ ব্যক্তিদিগের কিছুই অসাধ্য নাই। উৎকোচ পাইলে ন্যায়কে অন্যায় বলিয়া এবং অন্যায়কে ন্যায় বলিয়া বিচারকর্ত্তার মতিভ্রম জন্মাইয়া দেওয়া তাহাদিগের বড় দুরূহ হয় না। *

যাঁহারা বিচারকর্ত্তাকে দূষিত করেন, তাঁহারা বলেন, বিচারপতিদিগের প্রায় সকলেরই এক একটী দোষ আছে। কতকগুলি অতিশয় উদ্ধতস্বভাব। তাঁহারা ঔদ্ধত্য বশতঃ বিচারক্রিয়ার জটিল পথে প্রবেশ করিতে পারেন না। সুতরাং বাদি প্রতিবাদির ন্যায়ান্যায় নিরূপণ তাঁহাদিগের পক্ষে সহজ হয় না। কোন কোন বিচারকর্ত্তার পক্ষপাত দোষ আছে। তন্নিবন্ধন তাঁহারা বিচারকালে অন্ধ হইয়া যান, ন্যায়ান্যায় বুঝিতে পারেন না। কেহ কেহ অত্যন্ত মন্দমেধ, তাঁহারা জটিল মকদ্দমার অন্তঃপ্রবেশে কোনক্রমেই সমর্থ নহেন। কোন কোন বিচারকর্ত্তার বিলক্ষণ বুদ্ধি ও বিবেচনা শক্তি আছে, সদ্বিচারের প্রধান প্রতিবন্ধক পক্ষপাতাদি দোষও নাই, কেবল এক আলস্য দোষের দাস হইয়া তাঁহারা মকদ্দমার সূক্ষ্ম ও যথার্থ বিচারে শক্ত হন না।

যে সকল ব্যক্তি বিচারকর্ত্তার দোষকেই সদ্বিচারের প্রতিবন্ধক বলিয়া নির্দ্দেশ করেন, আমরা তাঁহাদিগের বাক্যে সম্পূর্ণ অনুমোদন করিতেছি। বিচারক[illegible] যদি ক্রোধ লোভাদি পরিত্যাগ পূর্ব্বক দক্ষতা সহকারে কার্য্য করেন, অর্থি প্রত্যর্থির প্রবঞ্চনাই বল, সাক্ষিদের অনৃতবাদিতাই বল, আর আমলাদের উৎকোচগ্রাহিতাই বল, কিছুতে কিছু করিতে পারে না। নির্ব্বোধ, অলস, ও পক্ষপাতাদি দূষিত বিচারকর্ত্তার নিকটেই আমলার প্রভুত্ব ও অর্থি প্রত্যর্থির প্রবঞ্চনা খাটে। আমরা ইহার অনেক উদাহরণ দর্শন করিয়াছি। যে বিচারাসনে বসিয়া একজন বিচারকর্ত্তা যে আমলা, যে আইন ও যে অর্থি প্রত্যর্থি লইয়া অযথা[illegible] বিচার করিয়া গিয়াছেন, সেই বিচারাসনে আসীন হইয়া সেই আইন সেই আমলা ও সেই অর্থি প্রত্যর্থি লইয়া অপর ব্যক্তি সূক্ষ্ম ও সদ্বিচার করিতেছেন। আমরা যে বিষয় প্রতিপন্ন করিতে প্রবৃত্ত হইয়াছি, আমরা নিজেই তাহার সাক্ষিস্থলে দণ্ডায়মান আছি। আমাদিগের এক পাপাত্মা প্রতিবেশী আমাদিগের পৈ[illegible] বিষয়ের কিয়দংশ অধিকার করিয়া লইয়াছিল। প্রথম আদালতের বিচারকর্ত্তা প্রতিপক্ষকেই সেই বিষয়ের ডি[illegible] দেন। শেষে আপীল করিয়া আমাদিগের বিষয় আমাদিগের হইয়াছে। যদি আপীল আদালত না থাকিত, আমরা ন্যায্য বিষয় হইতে বঞ্চিত হইয়াছিলাম। বিচারকর্ত্তাদিগের দোষে সদ্বিচার বাধা[illegible] জন্মে বলিয়াই আপীল আদালতের সৃ[illegible] হইয়াছে। বিচারপতিদিগের দোষ আছে বলিয়াই আমরা মকদ্দমা বিশেষে আপীল রহিত করিবার প্রস্তাবে অনুমোদন করি না। *

অদ্য যদর্থে এ বিষয়ের প্রসঙ্গ হইয়াছে সে এই—ঢাকার জজের বিচারকালে অপটুতা নিবন্ধন যথেষ্ট অনিষ্ট ঘটি[illegible]

ছে, এই বিষয় লিখিয়া এক ব্যক্তি আমাদিগের নিকটে এক প্রেরিত পত্র পাঠাইয়াছেন। তাঁহা প্রকাশ করা যদি বিবেচনাসিদ্ধ হয়, পত্রান্তরে প্রকটিত হইবে।

পুস্তক প্রাপ্তি।

আমরা কৃতজ্ঞচিত্তে স্বীকার করিতেছি, এক্ষণে নিম্ন লিখিত পুস্তকগুলি আমাদিগের হস্তগত হইয়াছে। প্রথম, শ্রীযুক্ত বাবু বিপিনমোহন সেন গুপ্ত প্রণীত সংখ্যাসার। ত্রিদোষ, পঞ্চভূত, ষড়রিপু প্রভৃতি সংখ্যা ঘটিত অথচ জ্ঞাতব্য যে সকল বিষয় অনেকের অবিদিত আছে, এই গ্রন্থে সেই গুলির ব্যাখ্যা করা হইয়াছে। কিন্তু দুই এক স্থানে ভ্রম দৃষ্ট হইল, যথা, মনোরঞ্জন ইত্যাদি মুদ্রিত হইয়াছে। ইহার মূল্য চারি আনা। দ্বিতীয়, পদ্যপাঠ। শ্রীযুক্ত বাবু মধুসূদন চট্টোপাধ্যায় ইহা সংগ্রহ করিয়াছেন। বালকদিগের পাঠোপযোগী বাঙ্গলা কবিতা সকল ইহাতে সন্নিবেশিত হইয়াছে। ইহার কতকগুলি কবিতা গ্রন্থকারের রচিত, আর কতকগুলি সংগৃহীত। এই পুস্তকের মূল্য তিন আনা। তৃতীয়, কৃষি সংগ্রহ। সংস্কৃত গ্রন্থ, পরাশর মুনি প্রণীত। শ্রীযুক্ত গিরিশচন্দ্র বিদ্যারত্ন ইহা সংস্কৃত করিয়াছেন। ইহাতে ধান্য রোপণ বীজ স্থাপন প্রভৃতির প্রণালী ও বৃষ্টির বিষয় লিখিত হইয়াছে। ইহা বিনা মূল্যে বিতরণ হইতেছে। চতুর্থ, গিরিশচন্দ্র নামক উপাখ্যানের ... পঞ্চম, লোকরহস্য। এই দুই খানি কলিকাতা ... প্রেস নামক যন্ত্রে মুদ্রিত ও প্রকাশিত হইয়াছে। স্বধর্ম্ম প্রচারে অবহেলা ব্যক্তি ... সঞ্চারিত হয় এবং ... এই দুই গ্রন্থের মুখ্য উদ্দেশ্য। ষষ্ঠ, ... নীতিবেহার। ইহা নীল সাহেবের ইংরাজী গ্রন্থের অনুবাদ। গ্রন্থ কর্ত্তার নাম নাই। ... যন্ত্রের মুদ্রাযন্ত্রে মুদ্রিত হইয়াছে।

প্রদর্শক হইতে উদ্ধৃত।

"সুসভ্য ইংরাজবংশাবতংস নীলকর শ্রীযুক্ত মরে হইতে প্রজাদিগের নির্যাতন, ভ্রূণহত্যা, স্ত্রীহত্যা, বালহত্যা বলাৎকার আলকারিতা প্রভৃতি।

পাঠক মহাশয়গণ! সোমপ্রকাশ সম্পাদক মহাশয়! বিজ্ঞবর সম্পাদক মহাশয়! আপনারা অনেকানেক নীলকরের অত্যাচারের বিষয় প্রকাশ করিয়াছেন, কিন্তু এক মোকদ্দমায় এক ব্যক্তিকে কখন এত গুলি গুরুতর অপরাধে অপরাধী হইতে দেখিয়াছেন? আমরা এই ঘটনাটি আনুপূর্ব্বিক বর্ণন করিব কি না বিবেচনার জন্য অবসর হইয়া আসিতেছে, ... হইতেছে, অন্তঃকরণ ... সম্বরণ করিয়া ... রক্ষা করিতেছি। উক্ত বিষম অপরাধ ... আপত্তি বোধ পরিহার করা নিতান্ত সহজ ব্যাপার নহে, তথাপি পূর্ব্ব প্রতিজ্ঞানুসারে অগত্যা হইয়া, যত দূর জ্ঞাত আছি প্রকাশ করিতেছি।

৩। ৭ দিন গত হইল নীলকর মাথুর সাহেবের গুরুতর অত্যাচারের বিষয় বর্ণন করিয়াছিলাম। আজ যে ঘটনার উল্লেখ করিতেছি ইহার নিকট তাদৃশ অত্যাচার অতি সামান্য। ইংরাজ জাতির মধ্যে যে এমত দুরাত্মা, এতদ্রূপ নির্দ্দয়, এতদুর নিষ্ঠুর আছে, তাহা আমরা পূর্ব্বে জ্ঞাত ছিলাম না। মরে সাহেব অধুনা যাদৃশ দুষ্কর্ম্ম করিতেছেন তাহাতে বোধ হয় কি অসভ্য বাঙ্গালি, কি প্রাচীন নিষ্ঠুর মুসলমান কেহ কখন এতদ্দেশে তাদৃশ দুষ্কর্ম্মে প্রবৃত্ত হন নাই। রাজা কৃষ্ণচন্দ্র রায়, জগৎশেঠ, মির জাফর আলী প্রভৃতি এতদ্দেশীয় সম্ভ্রান্ত লোকেরা চক্রান্ত করিয়া যে অপরাধে নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করিয়া ইংরাজকে শাসন কর্ত্তা করিয়াছিলেন, এক্ষণে এই সকল নীলকর মহাপুরুষ হইতে কি তাহা অপেক্ষা সহস্রগুণ অত্যাচার ঘটিতেছে না? কি আশ্চর্য্য! অধিকাংশ ইংরাজই কি নিজে চর্ম্মাবৃত ... উহাঁরা মুখে বিশ্বহিতৈষীর ন্যায় ভাব করেন, কার্য্যকালে বিষ সর্পের ন্যায় কার্য্য করিয়াও লোকের দুঃখ মোচন করিতে ... করেন না। অপরঞ্চ, ইংলিসম্যান, হরকরা ইহাঁদের প্রধান সহায়, আর ইহাঁদিগের কে কি করিতে পারে? এ দিকে কিন্তু অসভ্য নেটিবদের কথায় কি হইবে? কেই বা তাহাদের কথায় বিশ্বাস করিবে? যাহা হউক এ বিষয়ে অধিক কিছু না বলিয়া প্রকৃত ঘটনাটী বর্ণন করি।

অনেকেই অবগত থাকিতে পারেন, মরে সাহেবের নীলকুঠি ও সুন্দরবনে আবাদ আছে। মরেলগঞ্জের কুঠিতে তাঁহার একজন ইংরাজ কর্ম্মকর্ত্তা আছেন। এই কর্ম্মকর্ত্তার নাম হিলি সাহেব, মরে সাহেবের আদেশানুসারে ২১০ জন প্রজাকে সপরিবারে ধরিয়া আনিয়া কুঠির মধ্যে কয়েদ করিয়া রাখিয়াছিলেন। খুলনিয়ার ডেপুটি মাজিষ্ট্রেট এই বিষয়ের এত্তেলা পাইয়া অনুসন্ধান করেন, কিন্তু হিলি প্রজাদিগকে কোথায় রাখিয়াছেন সন্ধান পাইলেন না। কারণ তৎকালে ঐ প্রজাগণ কুঠিতেই অবরুদ্ধ ছিল। পরে কর্ম্ম কর্ত্তা হিলি সেই সকল অসহায় প্রজাকে সুন্দরবনে লইয়া যান।

এই সময়ে একটী গর্ভবতী রমণীর গর্ভে ... করিয়া ... প্রাণ সংহার করিলেন এবং ... দুই ভাগ করিয়া এক ... পাঠাইলেন, একভাগ স্বয়ং সমভি... হারে লইয়া সাহেবের অভিমুখে আগমন ... লেন। এই সময় যখন প্রজাগণকে ... কষ্ট দিয়া ছিলেন তাহা শুনিলে পাষাণও দ্রবীভূত হয়, হৃদয় বিদীর্ণ হইয়া যায়, নয়ন হইতে অনবরত অশ্রুধারা নির্গত হইতে থাকে। ... যে দুইটী পতিব্রতা রূপবতী যুবতীর বলাৎকার করা হইয়াছিল। সেই দুইটী ... দের মধ্যে একটীর ক্রোড়ে একটী শিশু ... ছিল। টানাটানি করিবার সময় সেই ... প্রাণ বিয়োগ হইল; হায়! কি নিষ্ঠুরতা, কি ... নিষ্ঠুরতা, কি অরাজকতা! ইহা কি ইউরোপীয় সভ্য জাতির কার্য্য? ... রাজ্য শাসন করিতেছেন? হায়! এখনও ... ঈদৃশ দুরাচার ও দুষ্কর্ম্মের কথা শুনিতে পাই ... তাহা হইলে কেন সিরাজউদ্দৌলাকে সিংহাসন চ্যুত করিয়া তাহার প্রাণ সংহার করা হইল ... গবর্ণমেণ্ট ইংরাজ অপরাধীকে অব্যাহতি ... লঘু দণ্ড দেওয়াতেই তাহাদিগের অত্যাচার এতদূর পর্য্যন্ত বৃদ্ধি হইয়া উঠিয়াছে। পূর্ব্বে ... সার মর্ডান্ট ওয়েলসের এরূপ বিশ্বাস ছিল যে ইংরাজেরা সকলেই বিশুদ্ধ-চরিত্র ও বাঙ্গালিরা সমুদায় দুষ্কর্ম্মের আধার। এক্ষণে তাঁহার সে সংস্কার গিয়াছে। অধুনা তিনি বুঝিয়াছেন যে বাঙ্গালির ন্যায় ইংরাজেরাও দুষ্কর্ম্মান্বিত হইয়া থাকে। গত সোমবার সেশন খুলিলে তিনি উপস্থিত মোকদ্দমা দেখিয়া বলিয়াছেন ... ইংরাজদিগকে এতদূর দুষ্কর্ম্মে লিপ্ত দেখিয়া আমি অতিশয় দুঃখিত হইলাম। যাহা হউক সে সকল অপ্রাসঙ্গিক কথায় প্রয়োজন নাই ... প্রকৃত প্রস্তাবেরই অনুসরণ করা যাউক: ... ঐ নীলকুঠীর কর্ম্ম কর্ত্তা হিলি, অসহায় প্রজাগণকে ... বাঁধিয়া রাখিয়া মরের নিকট পরামর্শ জিজ্ঞাসা করিতে আসিলেন, পরে পুনর্ব্বার ... গিয়া ঐ হতভাগা প্রজাগণকে লইয়া ... দিয়া পূর্ব্বাভিমুখে যাত্রা করিলেন এবং বাহির সুন্দরবনে উপস্থিত হইয়া একটী ক্ষুদ্র দ্বীপে তাহাদিগকে ছাড়িয়া দিলেন। গরীব প্রজারা সেই স্থলে হিংস্র জন্তু সমাকুল অরণ্যে ভ্রমণ করিতে করিতে কিয়দ্দূরে কয়েকজন মৎস্য ব্যবসায়ীর কুটীর দেখিতে পাইল, এবং তৎক্ষণাৎ সেই স্থানে উপস্থিত হইয়া তাহাদের আশ্রয় গ্রহণ করিল। এদিকে পরম দয়ালু হিলি সাহেব জানিতে পারিলেন যে অবরুদ্ধ প্রজারা মৎস্যজীবীর আশ্রয়ে অবস্থিতি করিতেছে। তিনি অবিলম্বে সেই স্থানে উপস্থিত হইয়া মৎস্যজীবীদিগের জরিমানা করিয়া প্রজাগণকে পুনর্ব্বার নৌকারোহণে লইয়া

গমন করিতে লাগিলেন। এই সময় এক অনেক [illegible] বলিয়াছি যে তিনি প্রজাদিগকে দুই ভাগ করিয়া আর এক ভাগ অন্য দিকে পাঠাইয়া দিয়াছিলেন। যে সকল প্রজা অন্যদিকে প্রেরিত হইয়াছিল তাহারাও এইরূপ অশেষ যন্ত্রণা ভোগ করিয়া একটী ক্ষুদ্র দ্বীপে অবস্থিতি করিতে ছিল। পরে দৈবগত্যাই হউক আর স্বাভ থাকিয়াই হউক হিলি সাহেব স্বয়ং আনীত প্রজাগণকেও সেই দ্বীপে ছাড়িয়া দিলেন। এখন দুই দল একত্র হইল। এস্থলে বাকর গঞ্জের কয়েকজন বরকন্দাজ অনেক অনুসন্ধান করিয়া এই হতভাগ্য লোকদিগকে বাহির করিয়াছে। হিলি সাহেব পলায়ন করিয়াছেন। খুলনীয়ার ডেপুটী মাজিষ্ট্রেটের নিকট এই মোকদ্দমা আছে। গবর্ণমেণ্টে এ বিষয়ের আনুপূর্ব্বিক রিপোর্ট হইয়াছে। গবর্ণমেণ্ট অনুমতি করিয়াছেন যে, যে ব্যক্তি হিলি সাহেব প্রভৃতি তিনজন প্রধান অত্যাচারীকে ধরিয়া বা অনুসন্ধান করিয়া দিতে পারিবেন তিনি প্রত্যেক ব্যক্তিকে ধরাতে দুই হাজার টাকার হিসাবে ৬,০০০ ছয় সহস্র টাকা পারিতোষিক প্রাপ্ত হইবেন। যৎকালে গবর্ণমেণ্টের এই অনুমতি প্রকাশ হয় তৎকালে হিলি সাহেব চিপপুরে অবস্থিতি করিতেছিলেন। সম্প্রতি তিনি মাস [illegible] আমেরিক জাহাজে আরোহণ পূর্ব্বক আমেরিকায় পলায়ন করিয়াছেন।

এদিকে মরে সাহেব দেখেন যে সর্ব্বনাশ উপস্থিত হইয়াছে, প্রায় সকল কর্ম্মই প্রকাশ হইয়া পড়িয়াছে। এখন কি করেন, কি রূপে [illegible] হইয়া বসেন এই রূপ অনেক ভাবিয়া চিন্তিয়া শেষে জাল করিয়া হিলি সাহেবের নামে ৫০,০০০ টাকা তহবীল তছরূপাতের নালিশ করিলেন। হিলি সাহেব দলের পঞ্চাশ হাজার টাকা তহবীল ভাঙ্গিয়া পলায়ন করিয়াছে, শুনিলেই গবর্ণমেণ্ট বিশ্বাস করিবেন যে ইনি পরম ধার্ম্মিক, এসকল অত্যাচারের কিছু জানেন না। যাহা হউক এই মোকদ্দমার যে রূপ দণ্ডবিধান হয় পরে প্রকাশ করিতে [illegible] করিব।

আমরা বিবেচনা করি, সাহেব হইলে কি হয়, এই গুরুতর মোকদ্দমায় কেহ অমনি নিষ্কৃতি পাইতে পারিবেন না, যেরূপ দুষ্কর্ম্ম দেখিয়াছি তাহাতে বোধ হয় প্রত্যেক ইংরাজের দশ টাকা, বড় বেশী হয় পাঁচ টাকা করিয়া জরিমানা হইবেক। এক গুরুদণ্ডে কি নীলকর মা[illegible] শাস্তি হইবে না। অবশ্যই হইবে। [illegible]। এখনই এতদ্বারা হইবার আবশ্যক কি / [illegible] পরিচীয়তে”।

এই প্রস্তাব লেখা সমাপ্তি হইলে [illegible] অবগত হইলাম যশোহরের মাজিষ্ট্রেট সাহেব মরে সাহেবের নিকট উক্ত সকল অত্যাচারের বিষয় কৈফিয়ত তলব করিয়াছিলেন। মরে সাহেব তখন তাহা বড় একটা গ্রাহ্য করেন নাই। এখন তিনি নিতান্ত চাপাচাপী ও গোলযোগ দেখিয়া উক্ত মাজিষ্ট্রেট সাহেবের সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত গোপনীয় পত্র লিখিয়াছেন। মাজিষ্ট্রেট সাহেব উত্তর দিয়াছেন যে মোকদ্দমা নিষ্পত্তির পূর্ব্বে আমি তোমার সহিত সাক্ষাৎ করিব না। ইহার মধ্যে তুমি আমার [illegible] আসিও না। মাজিষ্ট্রেট সাহেবের এরূপ প্রত্যুত্তর দেওয়াতে আমরা তাঁহার উপর [illegible] সন্তুষ্ট হইয়াছি। এরূপ উপরোধ অনুরোধের বশবর্ত্তী ও স্বজাতি পক্ষপাতী না হওয়াতে তিনি অবশ্যই যশোভাজন হইবেন।

পরিশেষে ইংলিসম্যানের সম্পাদককে একটি কথা জিজ্ঞাসা করিয়া লেখনীকে বিশ্রাম দিই। তিনি প্রায় সমুদায় সংবাদই সর্ব্বাগ্রে প্রকাশ করেন। কি স্বদেশে কি বিদেশে, কি লোকালয়ে কি অরণ্যে কি জলে কি স্থলে সর্ব্বত্রই তাঁহার সংবাদ দাতা আছেন। আমরা যে দিন মনে করি যে অদ্য এই বিশেষ সংবাদটী আমরা সর্ব্বাগ্রে প্রকাশ করিলাম, সেই দিন প্রায় সেই সংবাদটী ইংলিসম্যান পত্রেও দেখিতে পাই। কলিকাতার মধ্যে অগ্রে সমাদ সংগ্রহ বিষয়ে কেহই ইংলিসম্যানকে পরাজয় করিতে পারেন না, পরন্তু দুঃখের বিষয় এই যে তিনি এই সকল সংবাদ শুনিতে পান না। ইহার কারণ কি? তাঁহার সংবাদ দাতারা কি এই সকল অত্যাচার বিষয়ক সংবাদ লিখিতে জানেন না? অথবা তাঁহার কি এক চক্ষু অন্ধ, তিনি কি সকল দিক সমান দেখিতে পান না? কোন বাঙ্গালি যদ্যপি কোন ইংরাজের প্রতি ইহার শতাংশের এক অংশও অত্যাচার করিত তাহা হইলে যে তিনি “ নিউটিনি মিউটিনি ” করিয়া পাগল হইতেন, তাহা হইলে তাঁহার সুদীর্ঘ বক্তৃতার ছটায় সমুদেশীয় লোক বিমোহিত হইত, তাহা হইলে যে তাঁহার ৫। ৭ দিনের কাগজে বাঙ্গালিদিগের উপর গালি বৃষ্টি করিয়া বড় বড় এডিটোরিয়ল প্রকাশ হইতে থাকিত। এসময় লেখনীর প্রতিভা ও সংবাদ দাতৃগণের সংবাদ সংগ্রহ নিপুণতা নাই কেন? কোন কবি বলিয়াছেন যে “সহজান্ধদৃশঃ স্বদুর্নয়ে পরদোষেক্ষণ দিব্য চক্ষুষঃ স্বগুণোচ্চগিরো মুনিব্রতাঃ পরবর্ণগ্রহণেষসাধবঃ।” যাঁহারা অসাধু তাঁহারা আপনাদের দুর্নীতি দর্শন করিবার সময় অন্ধ ও পরদোষ দর্শনের সময় দিব্য চক্ষু হন এবং আপনাদের গুণ বর্ণনার সময় তাঁহাদের দীর্ঘ দীর্ঘ বক্তৃতা প্রকাশ হইতে থাকে। যখন তাঁহাদের পরের প্রশংসা করিবার সময় উপস্থিত হয় তখন তাঁহারা মৌনব্রত অবলম্বন করেন। ইংলিসম্যান পত্র

[illegible]

বিবিধসংবাদ।

২৬এ চৈত্র [illegible]।

এরূপ জনশ্রুতি বঙ্গদেশীয় গবর্ণমেণ্ট [illegible] [illegible] নিযুক্ত [illegible] [illegible] জীর [illegible]

এক খানি ইংরাজী [illegible] বিষয়ে [illegible] সম্পাদকের [illegible] বুঝিয়া [illegible] সুখে ইংলণ্ডে যাত্রা পরমেশ্বর [illegible] [illegible] আসিতে [illegible] আগুন জ্বালিয়া [illegible] নির্ব্বাণ হইবে না।

এক [illegible] উচ্চ অধিকারী [illegible] কারণ গমন করাতে [illegible] নৈহাটি থানার [illegible] দারোগা তাঁহার [illegible] আত্মসাৎ করে, তাহাতে [illegible] সব মিয়াদ হইয়াছে। এতদেও পুলিসের [illegible] চারিদিগের চৈতন্য হইল না।

[illegible] গবর্ণমেণ্টের নিকট দুই শত সিপাহী চাহিয়াছেন [illegible] দমন করা [illegible] দিবেন বেতন দিবেন। শেষে এই হইল।

ইংলিসম্যান সম্পাদক [illegible] লিখিয়াছেন যে যে সমাদ পাইয়াছেন [illegible] কেরা মাঞ্চেষ্টরী কাগজের শুল্ক [illegible] প্রতিকূলে আবেদন করিয়াছেন। আমাদের বণিকেরা এদেশের অমঙ্গল চাহেন!

হিন্দুপেট্রিয়ট সম্পাদক শুনিয়াছেন [illegible] গবর্ণমেণ্ট [illegible] লইবার চেষ্টা [illegible] করিয়াছেন। বুঝিয়া কাজ করিলে [illegible] চেষ্টাই পরিত্যাগ করিতে হয়।

উক্ত সম্পাদক বলেন বগুড়ার জাইণ্ট মাজিষ্ট্রেটের পদ উঠিয়া গিয়াছে। [illegible] ডেপুটি কালেক্টর [illegible] পাইয়াছেন। কনষ্টাবুলরি পুলিস [illegible] হইতে কর্ত্তৃপক্ষ এত ব্যস্ত হইয়াছেন কেন?

ঢাকাপ্রকাশের [illegible] সংবাদ দাতা [illegible] লেন, [illegible] ফেরিকিয়ের [illegible] একজন মুনশিকে এক ইট মারাতে [illegible] সাহেবের নামে নালিশ হয়। [illegible]

করিয়া প্রজাগণকে [illegible] ইট্টনি [illegible] এই বাক্যটি স্মরণ [illegible] সাহেব চেষ্টা করেন নাই কেন?

উক্ত সম্পাদক বলেন, [illegible] এর [illegible] হইয়াছে।

একণে [illegible] ১২৬০ টাকায় বিক্রীত হইতে [illegible] আর কবে ঐরূপ টাকার স্বপ্ন দেখা [illegible]

এক্ষণ জনশ্রুতি এম, এল, [illegible] সাহেব [illegible] হইবেন?

বিশ্ববিদ্যালয়ের [illegible] বেতনভুক্ত টাকা, [illegible] হই- য়াছে। [illegible] টাকা [illegible]

[illegible] ফেলো [illegible] অনুমান করিতেছেন, [illegible] হইতে [illegible] অতি উচিত।

[illegible] সমাচার।

বিলাতে [illegible] হইবে বলিয়া [illegible] লোকে অসন্তুষ্ট হইয়াছেন। [illegible] উচিত।

ভারতবর্ষ [illegible] ১৩৪ কোটি [illegible] ৩১১ কোটি [illegible] কোটি [illegible]

[illegible] কর্ম করিয়া [illegible] পুরস্কার [illegible] কর্মচারী [illegible] অভিযোগ [illegible] এই সকল অনিষ্ট ঘটে।

[illegible] সম্পাদক বলেন, [illegible] সিভিলিয়ান [illegible] কলিকাতায় [illegible] গবর্ণমেণ্ট তাঁহাদিগকে [illegible] আজ্ঞা দিয়াছেন। সম্পাদক বলেন, এই সকল [illegible] যুবককে কলিকাতায় এক মাসের অধিককাল থাকিতে দেওয়া উচিত নহে। [illegible]

[illegible] ইচ্ছা, তাই করুন, তাহাতে [illegible]

[illegible] শিক্ষা [illegible] তিনি [illegible] অধ্যক্ষ ছিলেন, এবং বিজ্ঞান বিষয়ে বিশেষ পারদর্শিতা [illegible] প্রকাশ করিতেছেন।

কাবুলিয়া হইতে সংবাদ আসিয়াছে [illegible] ব্রিটিশ গবর্ণমেণ্টের [illegible] লেফ্টেনেণ্ট [illegible]

[illegible] লোক [illegible] উপস্থিত [illegible] শক্ত [illegible]

সম্প্রতি [illegible] কাজে [illegible] প্রতিবাদ করা [illegible]

[illegible] টাকা [illegible]

উজবাক [illegible] সংবাদ [illegible]

২৮শে [illegible] ।

[illegible] এবং [illegible] গবর্ণমেণ্টের [illegible] গবর্ণমেণ্টের [illegible] ১৪ [illegible] টাকা [illegible]

উক্ত সম্পাদক বলেন, [illegible] লোকে [illegible] উপর [illegible] হইয়াছেন।

[illegible] রাজার পুত্র [illegible] রাজার কন্যার বিবাহ [illegible] বিবাহ [illegible] করিয়াছেন।

ইংলিসম্যান সম্পাদক [illegible] হইতে [illegible] পাইয়াছেন, [illegible] উপর [illegible] করিয়াছে। [illegible] হস্তক্ষেপ করা হয় না।

[illegible] সম্পাদক [illegible] লিখিয়াছেন [illegible] তিনি (শ্রী [illegible] সাহেব) [illegible] কারা [illegible] মুক্ত করিবার জন্য যে [illegible] তাহাতে তাঁহার গৌরবের বৃদ্ধি হইয়াছে।" ভারতবর্ষের প্রধান সম্পাদক এই প্রকার লিখিয়াছেন, কিন্তু [illegible] সম্পাদকদিগের মুখে [illegible] দুর্লভ।

আমরা [illegible] সাহেব যদি [illegible] কলিকাতার [illegible] হইবেন [illegible] হইবেন [illegible] নাই।

[illegible] ভাল পয়সা [illegible] লোক [illegible] পয়সা [illegible] হইবে, [illegible] বিক্রয় করিবেন না। [illegible] হয়, [illegible] তাহা বিক্রয় হইয়া [illegible]

[illegible] সাহেব [illegible] তাঁহাকে [illegible] সাহেব [illegible] করিয়াছেন।

এক্ষণ জনশ্রুতি [illegible] সাহেব [illegible] সাহেবের [illegible] হইবেন। [illegible] সাহেব লেফ্টেনেণ্ট গবর্ণ- [illegible] সাহেব তাঁহার কর্ম্মে যাইবেন।

[illegible] গবর্ণমেণ্টের [illegible] নিম্ন লিখিত টাকা জমা ছিল—

[illegible] গবর্ণমেণ্ট ...	৫৭৮১৭১০৩
[illegible] ঐ ...	১৭৫১৬৯৫৮
[illegible] পশ্চিমাঞ্চলের ঐ	৩৩৬৩৪৫২২
[illegible] ঐ	১১৫৬৮৮৭৯
[illegible] ঐ	২৪৯০৫৭০১
[illegible] ঐ	৩৩৮১২০৮৬
মোট	১৮২[illegible]

[illegible] সময়ে ১৮৮০৭৯০৬৪ টাকা [illegible] ইংরাজী গবর্ণমেণ্ট [illegible] পাইয়াছেন, অতএব আরো [illegible] থাকিবার সম্ভাবনা ছিল।

[illegible] সাহেব [illegible] ([illegible]) [illegible]

ভারতবর্ষীয় রেলওয়ে কোম্পানির প্রধান ইঞ্জিনিয়র [illegible] সাহেব [illegible] কার্য্য ত্যাগ করিয়া ইংলণ্ডে গমন করিতেছেন। তাঁহার অধীনস্থ কর্মচারীরা [illegible] এক অভিনন্দন পত্র প্রদান করিয়াছেন। [illegible] সাহেব [illegible] পাত্র।

ইংলিসমেন সম্পাদক বলেন, [illegible] সি, [illegible] প্রাপ্ত হইয়াছেন।

[illegible] আরব্যদিগের [illegible] বলেন, [illegible] শুনিয়াছেন [illegible] তাহাকে [illegible] কর্মচারীকে প্রেরণ করিয়াছেন [illegible] সাহেবের [illegible] কথা শুনিলেই [illegible] সন্দেহ জন্মে।

কাবুল হইতে সংবাদ আসিতেছে, [illegible] কোথা [illegible] হইতেছে।

ঢাকা নিউজ সম্পাদক [illegible] করিয়াছেন [illegible] সম্পাদক বলেন, [illegible] সোমপ্রকাশ বর্জ্জিত করিয়াছে (প্রজাদিগের প্রতি অত্যাচার গোপন করা [illegible]) এবং ঐ সকল সংবাদপত্রে [illegible] ঢাকা নিউজ সম্পাদকের [illegible]

[illegible] বৃহস্পতিবার [illegible] ক্ষতি হইয়াছে

২১ এ [illegible]

[illegible] হিন্দু পল্লীতে [illegible] লোকের [illegible] হইতেছে।

[illegible]

[illegible] বালককে [illegible]

[illegible] বিভিন্ন [illegible] এই সকল [illegible] প্রতিপন্ন করিলেন [illegible] বলিয়া [illegible] হইয়া [illegible]

[illegible] হইয়াছেন [illegible]

সুরাটের [illegible] হইয়াছে [illegible] আইন (আয়কর [illegible]) প্রচলিত করিয়া [illegible]

সম্প্রতি [illegible] টাকা [illegible]

[illegible] সহিত [illegible] করিয়াছেন [illegible]

[illegible]

[illegible] বলিতে [illegible] আপনারা [illegible] করিতেছেন, কিন্তু [illegible]

[illegible] এই অভিপ্রায় [illegible] হইয়াছে যে অর্থের সকল [illegible]

[illegible] কলিকাতার [illegible] গবর্ণমেণ্টের [illegible] প্রকাশ করিয়াছেন [illegible]

[illegible] ডিরেক্টর [illegible] বিচার [illegible] ডিরেক্টর [illegible]

[illegible] সম্পাদক বলেন [illegible] প্রকাশ করিয়াছেন।

[illegible] সম্পাদক বলেন [illegible] টাকা [illegible]

[illegible] সম্পাদক [illegible] সাহেবের [illegible]

[illegible] একটী বালিকা [illegible] জেলা [illegible] পুলিস [illegible] চিকিৎসালয়ে [illegible]

[illegible] সকল [illegible] কিছু [illegible] হইবে।

[illegible] কর্মচারী [illegible] বলেন [illegible] হইবে।

[illegible] সম্পাদক অবগত [illegible] করিয়াছেন [illegible]

[illegible]

[illegible] টাকা [illegible] হইয়াছে। [illegible]

[illegible] একজন [illegible] করিয়াছেন।

[illegible] প্রকাশ করিয়াছিলাম [illegible] হইয়াছে [illegible]

[illegible] আইন [illegible] হইয়াছে। [illegible]

[illegible] সম্পাদক [illegible] করিয়াছে [illegible] টাকা [illegible] মৃত্যু [illegible] হইবে। [illegible]

[illegible] সম্পাদক বলেন [illegible]

সোমপ্রকাশ

প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং

ভাগ। ... খণ্ড। ... } সন ১২৬৯। ৯ বৈশাখ। ইং ১৮৬২ ২১ এপ্রেল { মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০ টাকা।

বিজ্ঞাপন।

সোমপ্রকাশ গ্রাহকগণের প্রতি।

চৈত্র মাস অতীত হওয়াতে অনেকের ...ক সোমপ্রকাশের মূল্যকাল অতীত হই... য়াছে, অতএব তাঁহাদিগকে বিনয় পূর্ব্বক ...নান যাইতেছে, তাঁহারা অনুগ্রহ পূর্ব্বক ...া করিয়া আগামি বর্ষের অগ্রিম মূল্য প্রে... করিবেন।

বিজ্ঞাপন।

সোমপ্রকাশের স্থান পরিবর্ত্ত।

সোমপ্রকাশ যন্ত্র এতদিন যে স্থানে ছিল, ...শাখ মাসের ১ লা অবধি তাহা পরিত্যাগ ...রা হইয়াছে। অতঃপর আমাদিগকে প... ...া দি লিখিতে হইলে আপাততঃ কলিকাতা ...ংস্কৃত যন্ত্রে লিখিত হইবে। পরে আমরা ...ান নিরূপণ করিয়া লিখিব।

বিজ্ঞাপন।

প্রতি মাসের গবর্ণমেণ্টের গেজেটে যে ...কল আইন ও সরকুলর অর্ডর এবং রাজ... ...ীয় বিজ্ঞাপন প্রকাশ হয় তৎসমুদয়ের অবি... ...ল বাঙ্গালা অনুবাদ উদ্ধৃত করিয়া "নব ...রের সংহিতা নাম" পত্রিকাকারে প্রতি ...ক্ষে প্রতি মাসে আমি প্রকাশ করিতেছি ...বং অনতিবিলম্বে প্রতি সপ্তাহে প্রকাশ করিতেও অঙ্গীকৃত হইয়াছি। আইনাদির ...াঙ্গালা অনুবাদ সাপ্তাহিক পাক্ষিক, মাসিক ...ত্রিকাকারে প্রকাশ করিবার একাধিকারী ...ইবার জন্য ১৮৪৭ সালের ২০ আইন মতে গবর্ণমেণ্টে রেজিষ্টরী করিয়াছি। এখন আমি সাধারণের রাজ নিয়ম শিক্ষার এক নূতন উপায় ও সুবিধা সংস্থাপন করিয়া সর্ব্বাগ্রে গবর্ণমেণ্টে রেজিষ্টরী করিয়াছি, এখন আইনাদির বাঙ্গালা অনুবাদ পত্রিকাকারে প্রচার করিতে কেবল আমি একাধিকার প্রাপ্ত হইয়াছি, অতএব গবর্ণমেণ্টের আদেশ অনুযায়ি বাধ্য করণার্থ সর্ব্ব সাধারণকে বিজ্ঞাপন করা যাইতেছে যে অন্য কেহ যেন তিন মাসের প্রকাশিত সমুদায় আইনাদির বাঙ্গালা অনুবাদ শ্রেণী পূর্ব্বক পত্রিকাকারে প্রচার না করেন। যদি কেহ তাহা করেন তবে তিনি আমার ক্ষতি পূরণের দায়ী হইবেন।

শ্রীরামচন্দ্র ভৌমিক

ঢাকার সদর আমীন আদালতের উকীল।

বিজ্ঞাপন।

সর্ব্ব সাধারণকে জ্ঞাত করা যাইতেছে যে আমার উপরে অর্থাৎ কর্ম্মালয়ে এক জন মফস্বল উকিল ৫০ টাকা মাসিক বেতনে দরকার হইয়াছে যে কেহ উহার নিমিত্ত উমেদার হই... ...েক সেই আপন প্রতিষ্ঠা পত্র ও নক্সার নমুনা সম্বলিত দরখাস্ত আমাকে পাঠাইবে, উহা দৃষ্টে যেমত হুকুম হয় পশ্চাৎ জ্ঞাত করা যাইবেক।

র, ওলডি নী ২৭ মার্চ ১৮ ৬২	ঢাকাস্থ একজিকিউটিব ইঞ্জি- নিয়ার বাওয়ালিনী ডিভিজন সরকার।

বিজ্ঞাপন।

রেবরেণ্ড লঙ সাহেবের প্রতিমূর্ত্তি

মূল্য টাকা।

সংস্কৃত যন্ত্রের পুস্তকালয়ে ও রাধাবাজারে ১৩২ নং ভবনে তত্ত্ব করিলে পাইবেন

বাল্যোদ্বাহ নাটক।

মূল্য ১০ আনা

সংস্কৃত যন্ত্রের পুস্তকালয়ে বিক্রয়ার্থ প্রস্তুত আছে।

বিজ্ঞাপন।

শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্ত্তি দ্বিতীয়বার প্রস্তুত করা হইয়াছে। ইহার প্রত্যেক খণ্ডের মূল্য এক টাকা। সংস্কৃত যন্ত্রে ও মিসনরোর নীচে ৮ নং গৃহে তত্ত্ব করিলে পাইবেন।

এস, সি, ঘোষ কোম্পানি।

সোমপ্রকাশ।

৯ ই বৈশাখ।

১৮৬২ ৬৩ অব্দের আয় ব্যয়।

লেঙ সাহেব গত বুধবার ১৮৬২।৬৩ অব্দের আয় ব্যয় প্রসঙ্গ করিয়া দুই ঘণ্টা... অধিক কাল এক দীর্ঘ বক্তৃতা করিয়াছেন। উইলসন সাহেব নূতনবিধ কর স্থাপ... ও তৎপ্রস্তাব করিয়া যেমন সকলের বি... দ্বিষ্ট ও অযশোভাজন হইয়া যান, লে... সাহেব তেমনি খ্যাতিলাভ করিলেন। অল্প দিন হইল, পাঠকগণ শ্রবণ করিয়া... ছেন, ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট লাইসেন্স ক... উঠাইয়া দিয়াছেন, এবারে আর এক... আনন্দকর সমাচার শ্রবণ করুন। যাহা... দের পাঁচ শত টাকার ন্যূন আয়, তাহা... দিগকে কর দিতে হইবে না; পাঁচশত টাকা... উর্দ্ধ আয়বান ব্যক্তিদিগকে শতকরা চারি টাকা কর দিতে ...

শ্রেণির লোকেরা যে এই উৎপাত হইতে মুক্তি লাভ করিলেন, ইহা সামান্য আহ্লাদের বিষয় নহে। এই ঘৃণিত কর এককালে কবে উঠিয়া যাইবে, আমরা এক্ষণে এই প্রতীক্ষা করিতেছি। লাইসেন্স টাক্স রহিত করা বল, আর ইনকম টাক্স হ্রাস করা বল, উভয়ই লেঙ সাহেবের যত্নে হইয়াছে। লেঙ সাহেব মাঞ্চেষ্টরের কাপড়ের শুল্ক কমাইয়া পাঁচ, ও সূতার শুল্ক ৩।০ টাকা করিয়াছেন। আমদানী তমাক, সরাপ ও কাগজের মাশুলও কমান হইয়াছে। যাহার যে প্রার্থনা ছিল, লেঙ সাহেব আংশিক তাহা পূর্ণ করিয়াছেন, কাহাকে বঞ্চিত করেন নাই। ইহা লেঙ সাহেবের লোকবশতা ও বিনয়গ্রাহিতার পরিচয় প্রদান করিতেছে।

লাইসেন্স টাক্স উঠিয়া গেল, ইনকম টাক্স ও বস্ত্র প্রভৃতির শুল্ক কমিয়া গেল, তথাপি ব্যয় অপেক্ষা প্রায় দেড়কোটি টাকা আয় অধিক হইবে। বর্ত্তমান বৎসরে সমুদায় ভারতবর্ষে ৪২, ৯১, ৭০, ৯০০ টাকা আয় হইয়াছে। আগামি বর্ষে ৪৩, ৭৬, ৬২০০০, টাকা আয় হইবার সম্ভাবনা আছে। অনেক বাদ সাদ দিয়া এই হিসাব ধরা হইয়াছে। অহিফেনের বাক্স এক্ষণে প্রত্যেক ১৫০০ টাকায় বিক্রয় হইতেছে, কিন্তু লেঙ সাহেব ১২০০ টাকা বাক্স গণনা করিয়া হিসাব করিয়াছেন। লবণে আপাততঃ কিঞ্চিৎ কম আয় হইতেছে, তথাপি একপ সম্ভাবনা আছে, অধিক না হউক, পূর্ব্ব বৎসরের ন্যায় আয় হইবে। ফলতঃ মোটে ৪৪ কোটি টাকা আয় নিঃসন্দেহ স্থির করা যাইতে পারে। আমাদিগের অধিকেশ আহ্লাদের বিষয় এই, ভূমিতে ৬০ লক্ষ, ষ্টাম্পে ৩০ লক্ষ ও পবলিক ওয়ার্কে ২০ লক্ষ অধিক আয় হইয়াছে। [illegible] না হইলে কেবল এক ভূমিতে অধিকতর আয় হইত সন্দেহ নাই।

১৮৬২। ৬৩ অব্দে ভারতবর্ষে ৩৪,৯০ ৫৫২১০ টাকা ব্যয় হইবে। বর্ত্তমান বর্ষে [১৮৬১।৬২ অব্দে] ৩৬,৪৬,৩৩,০৯০ টাকা ব্যয় হইয়াছে। এ হিসাবে ১৫,৫৭,৮৮০ টাকা ব্যয় সংক্ষেপ হইতেছে। কিন্তু যথার্থ ব্যয় অর্থাৎ সুদ, রেলওয়ের জামীনের টাকা বাদে গণনা করিলে ২৫ কোটি ব্যয় হইয়াছে। সেনা দলের ব্যয় সংক্ষেপই ইহার প্রধান কারণ। ব্যয়ের মধ্যে সেনার ব্যয়ই প্রধান। অন্য অন্য বর্ষের সহিত এতৎসংক্রান্ত ব্যয়ের তুলনা করিলে স্পষ্ট প্রমাণ হইবে, এ বিষয়ের বিস্তর ব্যয় কমিয়াছে যথাঃ

অব্দ	টাকা ব্যয়
১৮৫৯।৬০	২০৯০৯১০৭০
১৮৬০।৬১	১৫৮৩৮৯৮০০
১৮৬১।৬২	১২৮০০০০০০
১৮৬২।৬৩	১২২০০০০০০

ভারতবর্ষ যদিগকে ইংলণ্ডস্থ অকর্ম্মণ্য সেনা দলের যে ব্যয় দিতে হইতেছে, লেঙ সাহেব এক প্রকার তাহার প্রতিবাদ করিয়া যে কথা বলেন সে এই—

"ভারতবর্ষের নামে ইংলণ্ডে যে সেনা আছে, তাহাদিগের জন্য আমাদিগকে বৃথা ব্যয় করিতে হইতেছে। ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট স্বীকার করিয়াছেন, এ দেশে যত ইউরোপীয় সৈন্য আছে, তদনুরূপ কার। বশতঃ তাহাদিগের সংখ্যা কমিয়া গেলে তাহাদিগের পরিবর্ত্তে আর নূতন সৈন্য প্রেরিত হইবে না। ফলতঃ একপ বোধ হইতেছে যে অল্প কাল মধ্যে এমন বন্দোবস্ত হইবে আমাদিগের প্রয়োজন মত ইউরোপীয় সেনা থাকিবে। যদি ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট পূর্ব্বে এই রূপ অবধারণ করিতেন, তাহা হইলে ভারতবর্ষ ঘোরতর বিপদের সময়ে এক গুরুভার হইতে মুক্ত হইতে পারিতেন। কিন্তু শেষ মুখ পরম সুখ; আমরা বিপদ হইতে উত্তীর্ণ হইয়াছি। এক্ষণে আর অগণিত ইউরোপীয় সৈন্য নাই; অনাবশ্যক সৈন্য দলের পদ শূন্য হইলে তাহা আর পরিপূর্ণ হইবে না। আমার একপ বিশ্বাস যাছে যদি ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট পুনর্ব্বার আপনাদিগের সুবিধা হেতু ১৪০০০ বা ১৫০০০ সৈন্য ইংলণ্ডে রাখিয়া ভারতবর্ষ হইতে তাহাদিগের বেতন লন, সেক্রেটারি ইহার নিবারণ করিবেন।" [illegible] স্পষ্ট প্রতীয়মান হইতেছে, লেঙ সাহেবের অর্থকাঃ ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট এই কথা বলা হইয়াছে, আমরা এত দিন তোমাদিগের সুবিধার জন্য প্রতি বৎসর কয়েক কোটি টাকা অপব্যয় করিলাম, কিন্তু আমরা আর তাহা করিব না। যা [illegible] হউক দেখা যাইবে, ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট এই প্রতিজ্ঞা পালন করিতে পারেন কি না।

[illegible] ও রপ্তানীর সুবিধা হেতু রাস্তা প্রস্তুত করিবার নিমিত্ত [illegible] পর আর এক কোটি টাকা দেওয়া হইতে [illegible] ইনকম টাক্স হইতে ৩৮ লক্ষ টাকা [illegible] না হইয়াছে। বিদ্যা শিক্ষা ও রাস্তা [illegible] জন্য প্রতি প্রেসিডেন্সিতে নূতন কর [illegible] পন করা হইবে। তমাকের কর [illegible] তবে বঙ্গদেশে নূতনবিধ কর আদা[illegible] উপায় কি? পান-পান ও তমাক উভয় সমান। তমাকের কর যে যুক্তিতে পরিত্যক্ত হইয়াছে, পানের করও সেই যুক্তিতে পরি[illegible] ত্যাগ করা উচিত। অপর, বিদ্যা শি[illegible] সংক্রান্ত কর কোন ক্রমেই আমাদিগে[illegible] অনুমোদিত নহে। বিদ্যা যে এমন প্র[illegible] নীয় পদার্থ, করদূষিত হইলে ইহাও [illegible] লের নিকাম্ব বিদ্বিষ্ট হইয়া উঠিবে।

একটি বিশেষ আহ্লাদের বিষয় এ[illegible] বিদ্যা বিষয়ে সর্ব্ব শুদ্ধ ৫০ লক্ষ টাকা [illegible] গুণ হইয়াছে। দশ বৎসর পূর্ব্বে সমুদা[illegible] ভারতবর্ষের শিক্ষার জন্য ১১ লক্ষ মা[illegible] ব্যয় দেওয়া হয়। বিদ্যাই দেশের [illegible]

...গ্য লাভের মূল। গবর্ণমেণ্ট সেই বিদ্যা ...বয়ে যে পরিমাণে দান করিবেন, সেই ...রিমাণে প্রজাগণ সৌভাগ্যশালী হইবে। ...জার সৌভাগ্য হইলেই রাজার সৌ...গ্য।

পরিশেষে আমাদিগের মনের ভাব ...কাশ না করিয়া এ প্রস্তাবের উপসংহার ...বা বিধেয় হইতেছে না। ভারতবর্ষ যেন ...রাবর লেঙ সাহেবের ন্যায় সদয় ও স্থির ...ত রাজস্বসংক্রান্ত কার্য্যকারক প্রাপ্ত ...ন। ব্যয় সংক্ষেপ দ্বারা রাজ্যের অন্য ...য় সমতা বিধান সম্ভাবনা থাকিলেও ...হারা প্রজাগণকে অকারণ করপীড়া ...ন, তাঁহারা যেন রাজস্ব সংক্রান্ত প্রধান ...কারক হইয়া ভারতবর্ষে না আইসেন। তাদৃশ দুরাকাঙ্ক্ষ পরবশ ব্যক্তি ...ই ভারতবর্ষের যত কষ্টের কারণ।

জুতা খুলিয়া সম্মান প্রদর্শন।

লার্ড ডেলহৌসি অনেক বিষয়ে ...মাদিগের চিরস্মরণীয় হইয়াছেন। কি ...চেতৃত, কি জাতিবৈর, কি এদেশীয়দিগে... অবমাননা, অনুধাবন করিয়া দেখিলে ...ত লার্ড ...র সময়েরই মূল। তাঁহার ...দৃষ্টান্ত দর্শন করিয়া এতদ্দেশীয়দিগকে ...অপমান করা ইউরোপীয়দিগের একটি ...র্ম হইয়া উঠিয়াছে। এক ব্যক্তি জাল ...দিয়া ধৃত হইল, অমনি তাঁহার লোকেরা ...রজার এ দেশের যাবতীয় লোককে দা...ল দিতে আরম্ভ করিলেন। কয়েক সহস্র ...কভাগ্য নির্ব্বোধ সিপাহী বিদ্রোহী হইল ...অমনি যাবতীয় ভারতবাসীকে নৃশংস ...র ইত্যাদি বলিয়া সমুদায় দেশ উৎসন্ন দিন ...প্রস্তাব হইল। কয়েক জন চৌর প্রভৃত ...গজ চুরি করিল, অমনি সমুদায় বাঙ্গা...লিকে চোর বলা হইল। আমরা কথঞ্চি... সকল বিষয়ে উপেক্ষা করিতে পারি ...ন্ত লার্ড ডেলহৌসি জুতা খুলিয়া ইউ...রোপীয়দিগের প্রতি সম্মান প্রদর্শনের যে নিয়ম করিয়া যান, তাহা কোন ক্র...মেই উপেক্ষণীয় নহে। বৃদ্ধ স্ত্রীলোকের বেশ বিন্যাস, অবিবেকির শাসনকর্তৃত্ব, অনভিজ্ঞের পণ্ডিত বলিয়া পরিচয় দান এবং জুতা খুলিয়া সম্মান প্রদর্শন এ গুলি নিতান্ত অসহ্য।

লার্ড ডেলহৌসি এই নিয়ম করিয়া যান যে এতদ্দেশীয়েরা যখন গবর্ণর জেনেরলের দরবারে ও প্রধান আদালতে যাই...বেন তখন তাহাদিগকে জুতা খুলিয়া যাইতে হইবে। ইউরোপীয়েরা টুপি খুলিয়া প্রধানের প্রতি সম্মান প্রদর্শন করেন; এ দেশীয়দিগকে জুতা খুলিয়া সেই সম্মান প্রদর্শন করিতে হয়। এই ঘৃণিত আইন প্রচলিত হওয়া অবধি আমাদিগের দেশের তেজস্বী ভদ্র লোকেরা কোন দরবারে বা সাধারণ স্থলে যাইতে চাহেন না। অল্প দিন হইল, সুরত নগরের জজ এক জন পারসীকে জুতা খুলিয়া এজলাসে আসিতে বলেন, পারসী তাহাতে অসম্মত হন; পরে বিচারপতির সহিত তাঁহার অনেক তর্ক বিতর্ক হয়, শেষে সাহেব তাঁহাকে জুতা লইয়া আসিতে দিলেন। এই বিষয় লইয়া বোম্বাই নগরে আন্দোলন হইতেছে। তত্রত্য সুপ্রিম কোর্টে রিভিউ পারসীকে গালি দিবার জন্য প্রতিকারী অধিবাসীরা বাঙ্গালা কথা ...ঢুকিয়া ...র করিয়াছেন। কিন্তু শেষে এই সিদ্ধান্ত করিয়াছেন যাহারা বিলাতি জুতা ও মোজা পরিবেন তাহাদিগকে এই নিয়মাধীন করা উচিত নহে। এই সিদ্ধান্ত অনেক কৌতুকাবহ সন্দেহ নাই। যাহা হউক, ...র সর্ব্বপ্রধান পত্রিকা টাইমস অব ইণ্ডিয়া নিজ অপক্ষপাতিতা প্রদর্শন করিয়া এই ঘৃণিত আইনকে একেবারে উঠাইয়া দিবার অনুরোধ করিয়াছেন।

যখন আলেকজাণ্ডার পারস্য দেশ জয় করিয়া তত্রত্য বস্ত্র পরিধান করেন, তখন তাঁহার সেনাপতিগণ অতিশয় বিরক্ত হইয়াছিলেন; কিন্তু সেই সেনাপতির... যদি এই সময়ে উপস্থিত হইয়া ইউরো...পীয় সভ্যতর জাতির উল্লিখিত সম্মান... পাইবার আশা দেখিতেন, তাহা হইলে... তাঁহাদিগের কি ভাব জন্মিত? ভারতবর্ষ... ইউরোপীয়েরা ভাবেন, ইউরোপীয় মাত্রে... এ দেশীয়দিগের আরাধ্য। ভগবান... বরাহ অবতার হইয়াছিলেন বলিয়া ... সকল শূকরেরই চরণে দণ্ডবৎ পতি...ত হইয়া প্রণিপাত করিতে হইবে? অ... ইউরোপীয়েরা এমনি অভিমানী হই... উঠিয়াছেন, অন্যের অল্পমাত্র ত্রুটি দেখি...লেই একেবারে ক্রোধে অধীর হইয়া ... উঠেন এবং সামান্য সম্মান লাভ হইলে... তাহাদিগের সন্তোষের পরিসীমা থাকে ... সমাজ চিরকাল একবিধ অবস্থায় থাকিবা...র নহে। বিদ্যা, সভ্যতা ও বাহ্যবস্তু প্রভৃতি... ক্রমশঃ রীতি নীতি সকল পরিবর্ত্তিত হইতে...ছে। পূর্ব্বে রাজা ও নবাবদিগের সম্মুখে সাষ্টাঙ্গ প্রণিপাত করিতে হইত, এক্ষণে ... কোন ব্যক্তি অসভ্য ব্যবহার বলিয়া তাহ... প্রণামে ঘৃণা প্রদর্শন না করেন? ক... নের বিষয়ে গবর্ণমেণ্টকে সভ্যতের ... চাহিয়া থাকিতে হয়। তুর্কিরা রাজা... গাত্রে নিজ চরণ স্পর্শ করাইয়া সম্মা... প্রদর্শন করে। পূর্ব্বতন ইউরোপীয় ... জারা পোপের পদ চুম্বন করিতেন। এ... যে কোন রাজা তাদৃশ কার্য্যে সম্মত ... বেন?

গ্রাণ্ট সাহেবের নিকটে কৃতজ্ঞতা প্রদর্শনার্থ সভা।

গত বুধবার ভারতবর্ষীয় সভা গৃহে গ্রাণ্ট সাহেবের নিকটে কৃতজ্ঞতা প্রদ...র্শনার্থ একটি সভা হইয়াছিল। সকলে স্থির করিয়াছেন লেপ্টেনণ্ট গবর্ণরকে এক ... প্রেস দিয়া তাঁহার এক চিত্রিত প্রতিমূর্তি ...দিবেন। কিন্তু আমরা এই প্রস্তাবে ... ...মোদন করিতে পারিতেছি না। যে ব্যক্তি...

কৃষকদিগকে নীলকরের অত্যাচার ও দাসত্ব শৃঙ্খল হইতে মুক্ত করিয়াছেন ; যিনি চতুর্দ্দিকে দুরপনেয় প্রতিবন্ধকতা সত্ত্বেও স্বসঙ্কল্পিত বিষয় পরিত্যাগ করেন নাই, যিনি বারম্বার তর্জ্জিত ভর্ৎসিত ও ধিক্কৃত হইয়াও ক্ষণকালের নিমিত্ত বিচলিত হয়েন নাই ; যিনি প্রবল শত্রুগণকে তুচ্ছ ও প্রধানের সহিত বিবাদ করিয়াছেন, তাঁহার কি এই পুরস্কার ? লার্ড কানিঙ বরাবর উচ্চ শ্রেণির সম্মান ও নীলকরদিগের সহায়তা করিয়া আসিয়াছেন। তিনি এক প্রস্তরময়ী প্রতিমূর্ত্তি পাইলেন, কিন্তু গ্রাণ্ট সাহেবের এক চিত্রপট মাত্র করা হইল ? শুনিয়া আহ্লাদিত হইলাম বাবু লাল বিহারী দে এ বিষয়ের প্রতিবাদ করিয়াছিলেন। সভ্যেরা তাঁহাকে নিরস্ত করিবার নিমিত্ত এই কথা বলেন, অধিক চাঁদা আদায় হইলে এক প্রস্তরময়ী প্রতিমূর্ত্তি করা হইবে।

ভারতবর্ষীয় সভা যা করেন করুন, কৃষকেরা আজিও মৌনী হইয়া রহিয়াছেন কেন ? তাঁহারা যদি তাহাদিগের উদ্ধার কর্ত্তার স্মরণার্থ চাঁদা না করেন তাহা হইলে তাহাদিগকে অকৃতজ্ঞ হইতে হইবে। আমরা তাঁহাদিগকে অধিক দিতে বলিতেছি না। প্রত্যেক ব্যক্তি দুই আনা করিয়া দিলেই যথেষ্ট হইবে। কোন প্রজা তাহাতে অসম্মত হইবেন ? আমরা ঢাকা চট্টগ্রাম কুমিল্লা ময়মনসিংহ পাবনা বরিশাল রাজসাহী মুরসিদাবাদ নদীয়া যশোহর প্রভৃতি স্থানের লোকদিগকে অনুরোধ করিতেছি তাঁহারা অবিলম্বে এক সভা করিয়া চাঁদা করুন। মধ্যম শ্রেণিস্থ লোকদিগের এ বিষয়ে যত্নবান হওয়া অতিশয় আবশ্যক। তাঁহারা কি এ অভীষ্ট সম্পাদনে সমর্থ নহেন ? তবে তাঁহাদিগের কিসের শ্রীবৃদ্ধি ও কিসের গৌরব ? কোথায় বা তাঁহাদিগের স্বদেশানুরাগ ?

নীলকরদিগের কর সংগ্রহ প্রসঙ্গ লইয়া বাদানুবাদ।

সামান্যতঃ বাদি প্রতিবাদির ও দলাদলিপ্রিয় ব্যক্তিদিগের যেরূপ পরস্পর জিগীষা দেখিতে পাওয়া যায় আমাদিগের কর্ত্তৃপক্ষ রাজপুরুষদিগেরও সেইরূপ জিগীষা বৃত্তি বলবতী দৃষ্ট হইতেছে। এতন্মূলক কেবল যে প্রকৃত বিষয়ের মীমাংসা হওয়া দুরূহ হইয়াছে এরূপ নহে, দুরাচারেরাও প্রশ্রয় পাইতেছে। বোধ হয় পাঠকগণ বিস্মৃত হন নাই, পূর্ব্বে সর বার্টল ফ্রিয়ার গবর্ণর জেনেরলের মন্ত্রণা কঞ্চুক দ্বারা আবৃত হইয়া নীলকরদিগের কর সংগ্রহ প্রসঙ্গ লইয়া অনাবৃত লেপ্টেনেণ্ট গবর্ণর গ্রাণ্ট সাহেবকে অনুচিত ব্যঙ্গ বিদ্রূপ ও তিরস্কার করেন। গ্রাণ্ট সাহেবও তাহার সমুচিত উত্তর দানে বিমুখ হন নাই। ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট জিগীষা পরবশ হইয়া পুনরায় গ্রাণ্ট সাহেবের প্রদত্ত উত্তরের প্রত্যুত্তর দান করিয়াছেন। কিন্তু বিস্ময়ের বিষয় এই, ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের এখনও পর্য্যন্ত এইরূপ সংস্কার আছে যে তাঁহারা মধ্যস্থ প্রেরণ দ্বারা নীলকর ও প্রজাগণের পরস্পর বিবাদের মীমাংসা করিয়া দিবেন।

গবর্ণর জেনেরল স্বয়ং স্বমুখে স্বীকার করিয়াছেন, খাজনা লইয়া নীলকরদিগের সহিত প্রজাগণের যে বিরোধ হইতেছে, নীলই তাহার আদি কারণ। ইহার অব্যবহিত পরেই তিনি কহিতেছেন, পূর্ব্বের ন্যায় নীল বপন না হওয়াতে নীলকরেরা অপরাপর বাকি খাজনা আদায় করিবার, খাজনা বৃদ্ধি করিবার এবং কেহ এডাইতে না পারে এই অভিপ্রায়ে ভূমির পরিমাণ করিবার পক্ষে অধিকতর যত্নবান হইয়াছেন।

পূর্ব্ববৎ নীল হইতেছে না বলিয়া যে সকল ব্যক্তি খাজনা বাড়াইতেছে, আর পাছে নীলকরের সম্পর্কে গেলে নীল বপন করিতে হয়, এই ভয়ে যাহারা নীলকর সম্পর্কে যাইতে চাহিতেছে না, মধ্যস্থ দ্বারা সে উভয়ের বিবাদ নিষ্পত্তি হইবার সম্ভাবনা আছে কি না একারণে তাহা সন্দেহ বিবেচিত হইতেছে। বিবাদ কারণের উন্মূলন না করিয়া বিরোধ মীমাংসা চেষ্টা বিড়ম্বনা। সেই কারণসত্ত্বে যদি কোন মীমাংসা করিয়া দেওয়া সম্ভাবিত হয় সচরাচর প্রবলে ও দুর্ব্বলে যেরূপ বিবাদ নিষ্পত্তি হইয়া থাকে সেইরূপ হইবে সন্দেহ নাই। দরিদ্র কৃষকদিগকে ক্রমশঃ নিঃসংশয় ক্ষতিগ্রস্ত হইতে হইবে। পশ্চাৎ ঐ মীমাংসাই কালান্তরে অনর্থের মূল হইয়া উঠিবে। ফলতঃ গবর্ণর জেনেরল মধ্যস্থ প্রেরণ করিয়া মীমাংসা চেষ্টা না করিয়া যদি নীল প্রধান দেশের ভূমির নিরিখ করিয়া খাজনা নির্দ্দিষ্ট করিয়া দিতেন, সমধিক কৃতার্থতা লাভ করিতে পারিতেন।

মেডিকেল কালেজের বাঙ্গালা ডিপার্টমেণ্ট

যে সমস্ত ব্যক্তি কলিকাতা মেডিকেল কালেজের বাঙ্গালা ডিপার্টমেণ্টে অধ্যয়ন করেন, তাঁহাদিগের পুস্তকের অসদ্ভাব ও শিক্ষার অপ্রতুল প্রভৃতি কয়েকটি বিষয়ে উল্লেখ করিয়া ঐরূপ পূর্ব্বে এক ব্যক্তি আমাদিগের নিকটে এক খানি প্রেরিত পত্র পাঠাইয়া দিয়াছেন, আমরা তাহার কিয়দংশ এই স্থানে গ্রহণ করিলাম।

মেডিকেল কালেজের বাঙ্গালা ডিপার্টমেণ্টের ছাত্রদিগের দুঃখের কথা লিখিব। কোন বিষয়ই লিখিতে হয় বিশেষ ভয়ে সংক্ষেপে কয়েকটি মাত্রের উল্লেখ করা যাইতেছে।

প্রথম পুস্তকের অভাব, দ্বিতীয়, ... অপ্রতুল, তৃতীয় শিক্ষকদিগের অনা..., চতুর্থ, গবর্ণমেণ্টের উপেক্ষা। প্রথম, ... বাঙ্গালা ভাষায় উত্তম চিকিৎসা গ্রন্থ ...

...র নাই। পুস্তকার সংস্কৃত ব্যবসায়ী টোলের ...অধ্যাপকদিগের ন্যায় বাঙ্গালা ডিপার্টমেণ্টের ছাত্রদিগকে অধিকাংশ পুস্তকই কণ্ঠস্থ শিখিয়া ...তে হয় ইহাতে ছাত্রদিগের যে কত কষ্ট, ...তাহা সকলেই অনায়াসে অনুভব করিতে ...পারেন। কেবল এই কষ্ট ভোগমাত্র অপকার ...নয়, প্রকৃতরূপ শিক্ষারও অনেক ব্যাঘাত ...হইয়া থাকে। মহাশয়! এ দেশীয় যে সকল ব্যক্তি মেডিকেল কালেজে সুশিক্ষিত হইয়া ...ছেন, তাঁহারা কিঞ্চিৎ মনোযোগ করিলে অ... ...পুস্তকের অভাব দূর করিতে পা...রেন। কিন্তু তাঁহাদিগের প্রতিষ্ঠাতে নিয়ম... ...হইতেছে, তাহার কারণ কি ...নির্ণয়ে আমি সমর্থ নহি।

দ্বিতীয়, সময়ের অল্পতা। তিন বৎসর ...মাত্র এই বাঙ্গালা ডিপার্টমেণ্টের ছাত্রগণের শিখিবার কাল। ...প্রিন্সিপল ...এই নিয়ম করিয়া দেন যে, এই তিন বৎসরের মধ্যে দুই বৎসর কালেজের শিক্ষা শেষ করিয়া ...অবশিষ্ট এক বৎসর কাল কেবল হসপিটালে অব...স্থিতি পূর্ব্বক চিকিৎসা শিক্ষা করিতে হইবে। যত... দুই বৎসর কালের মধ্যে শারীর বিদ্যা ...সম্যক্‌রূপে শিক্ষা করা নিতান্ত অসম্ভাবিত, ...সম্যক্‌রূপে শিক্ষা করা দূরে থাকুক, অতি ...আবশ্যক বিষয় গুলিও ভালরূপে শিক্ষা হয় ...না। তিন বৎসরের পরিবর্ত্তে যদি চারি অ...থবা পাঁচ বৎসর নিয়ম করা হয়, তাহা হইলে কিঞ্চিৎ ব্যুৎপত্তি হইবার সম্ভাবনা আছে।

তৃতীয়, শিক্ষকদিগের ঔদাস্য। শিক্ষক ...মহাশয়েরা আপন আপন অধ্যাপনীয় বিষয় ...গুলি যথা কথঞ্চিৎ উপদেশ দ্বারা শীঘ্র শীঘ্র ...শেষ করিতে পারিলেই আপনাদিগের কর্ত্তব্য ...কর্ম্ম শেষ হইল মনে করিয়া থাকেন। কিন্তু ...অল্প সময়ের মধ্যে দুরূহ বিষয় গুলি শিক্ষা ...করা ছাত্রদিগের সাধ্যায়ত্ত কি না, তাঁহারা ...সে বিবেচনা করেন না।

চতুর্থ, গবর্ণমেণ্টের উপেক্ষা। গবর্ণমেণ্ট ...যদি মনোযোগ করেন, নিঃসন্দেহ উপরি উক্ত ...বিষয় গুলির দোষ সংশোধন করিতে পারেন। ...গবর্ণমেণ্ট কি জন্য যে তদ্বিষয়ে মনোযোগ ...করেন না বলিতে পারি না।

৩রা বৈশাখ } কস্যচিৎ জনস্য
১২৬৯ }

পত্র প্রেরক মেডিকেল কালেজের বাঙ্গালা ডিপার্টমেণ্টের বিষয়ে যে যে কথা লিখিয়াছেন, তাহার একটিও অযথার্থ নহে। ঐ ডিপার্টমেণ্টের কথা স্মরণ হইলে তৎক্ষণাৎ আমাদিগের অন্তঃকরণে এই উদয় হইতে থাকে, গবর্ণমেণ্ট কেবল প্রজাগণকে স্তোক দিবার নিমিত্তই ঐ ডিপার্টমেণ্টটির সৃষ্টি করিয়াছেন। উহা প্রকৃতরূপ শিক্ষার স্থান করা গবর্ণমেণ্টের অভিপ্রেত নহে উহা কেবল শিক্ষার অনুকরণ স্থান করা হইয়াছে। না আছে শিক্ষার সদুপায়, না আছে শিক্ষিত ব্যক্তিদিগের যথোচিত উৎসাহ লাভ এবং তাহারা যমসহোদর দেশীয় বৈদ্যদিগের দ্বারায় চলিতেছে, গবর্ণমেণ্ট আবার কতকগুলি যমের দ্বিতীয় সহোদর প্রস্তুত করিয়া দিতেছেন। বাঙ্গালা ডিপার্টমেণ্টের ছাত্রগণ! আমাদিগের এই লেখাতে রুষ্ট হইও না। আমরা স্বরূপ কথা কহিতেছি। তোমাদিগের যখন সুশিক্ষা হইতেছে না, তখন তোমাদিগের হইতে অপকার ভিন্ন [illegible] সম্ভাবনা আছে। অনেক কাজ কত মত জানিলেও কথঞ্চিৎ চলে বটে কিন্তু এ কাজটা অর্থাৎ কাটা কত মত জানিলে চলে না। সে দোষের নহে ... তোমাদিগের নহে, গবর্ণমেণ্ট তোমাদিগকে এই বিড়ম্বনায় ফেলিয়াছেন। ইহা যে তোমাদিগের লজ্জিত ও ক্ষুণ্ণ হইবার বিষয় কি?

গবর্ণমেণ্ট যদি মেডিকেল কালেজের বাঙ্গালা ডিপার্টমেণ্টের সংস্কার ক্রিয়ায় যত্নবান হন, কৃতকার্য্য হইতে পারেন কি না এবং কি উপায় অবলম্বন করিয়াই বা সেই সংস্কার করিতে হইবে, এক্ষণে তদ্বিষয় বিবেচিত হইতেছে। আপাততঃ তিন বৎসর কাল বাঙ্গালা ডিপার্টমেণ্টের ছাত্রগণের শিক্ষার সময় নিরূপিত হইয়াছে এবং ঐ সকল ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হইয়া কর্ম্মার্থী হইলে উহাদিগকে অতি যৎ-সামান্য বেতনে নিয়োজিত করা হই... থাকে, কিন্তু এই সময়ের ও বেতনের বৃদ্ধি করিয়া দেওয়া কিছু বড় কঠিন কর্ম্ম নয়... বাঙ্গালা ভাষায় ইউরোপীয় চিকিৎসাশাস্ত্র... প্রণয়নই অতিশয় দুরূহ হইতেছে। যাঁহারা মেডিকেল কালেজে শিক্ষা করিয়াছেন... তাঁহারা অর্থোপার্জ্জনেই ব্যস্ত সমস্ত, ...তাঁহারা যে স্বতঃপ্রবৃত্ত হইয়া আবশ্যক গ্র... প্রণয়ন করিয়া এ অসদ্ভাব দূর করিয়া দিবে... সে প্রত্যাশা অল্প। গবর্ণমেণ্টকে এ বি... ষয়ে সবিশেষ মনোযোগী ও কিঞ্চিৎ অ... ধিকতর অর্থ ব্যয় করিতে হইবে। তাঁহার... প্রথমে কয়েক ব্যক্তিকে মনোনীত করি... কিছু অধিক ব্যয়ে ভালরূপে চিকিৎসা... শাস্ত্রে সুশিক্ষা প্রদান করুন, পশ্চাৎ ... সকল ব্যক্তিকে গ্রন্থ প্রণয়ন কার্য্যে নিযো... জিত করিবেন। গবর্ণমেণ্টকে তাঁহাদিগের মাসিক বৃত্তি নির্দ্ধারণ করিয়া দিতে হইবে... এরূপ করিলে তাঁহারা নিশ্চিন্ত মনে গ্র... প্রণয়নে সমর্থ হইবেন, অভীষ্ট সিদ্ধি ... যে সন্দেহ নাই। যত দিন লোকে স্ব... উৎসাহী হইয়া এবম্বিধ কার্য্যে প্রবৃত্ত ... হন, তত দিন রাজসাহায্য নিতান্ত আ... বশ্যক। আমরা প্রাচীন কালের যে সম... উৎকৃষ্ট গ্রন্থ দেখিতে পাই, তাহার অ... ধিকাংশ রাজসাহায্য বলেই হইয়াছে...

—•—

আমরা কৃতজ্ঞতার সহিত স্বীকার ক...তেছি বহরমপুর দাতব্য সমাজের অর্দ্ধ... সাম্বৎসরিক (১২৬৭ সালের) আয় ব্যয় ও স্থিতির বিবরণ পুস্তক প্রাপ্ত হইয়াছি। ... আয় ব্যয় স্থিতির বিবরণ এই —

আয়	ব্যয়	স্থি...
৩৩৮৪৵৫	১২৮২৸৵১৫	২১০১৶...

আয়ের বিবরণ।

মাসিক দাতব্য	১২১৮৷৷৩...
বার্ষিক দাতব্য প্রাপ্তি	৬৫
এককালীন দাতব্য প্রাপ্তি	৫৪।৶০
হাওলাতি টাকার সুদ	২৩ ৷৷/১০...

অন্ন পরিবারের মাসিক বৃত্তি পুনঃপ্রাপ্তি

২৬৷৹

ব্যয়ের বিবরণ।

অন্ধ খঞ্জ প্রভৃতিকে মাসিকবৃত্তি দান

৩৪৭৷৵৹

অন্ন পরিবারদিগকে মাসিক বৃত্তি দান

৬১২৷৹

আগন্তুক দান	১৫৯৷৹
সরঞ্জামি ক্রয়	৩৷৵১০

ধনসংগ্রাহক সরকারের কমিশান

১০২৸৩৫

বিবিধ ব্যয়	৫৭
টিকিট ক্রয়	২/০
সকল নবিশের বেতন	৭

স্থিতির বিবরণ

কোম্পানির কাগজ	১৫০০
নগদ	৬০১৶১০

বিবিধ সম্বাদ।

দুর্জন, অধীনস্থ, সহজ্ঞাচিত, [illegible] সাপেক্ষ, এই কয়েকটি পদে আমরা বোধে [illegible] এক ব্যক্তি সেই সংশয় [illegible] আমাদিগের নিকটে লিখিয়া পাঠাইয়াছেন। [illegible] এবং প্রত্যয় করিয়া বিকল্পে গুণ হয়, দুর্জন ও [illegible] দুই পদই হইতে পারে। অধীনস্থ [illegible] করিলে অধীনস্থ [illegible] চিত ক্রিয়াবিশেষণ [illegible] ইহার অর্থ। অপেক্ষার সহিত [illegible] বিগ্রহ বাক্য দ্বারা সাপেক্ষ শব্দ [illegible] সাহায্যে সাপেক্ষ এই ষষ্ঠীতৎপুরুষ করিলে সাহায্য সাপেক্ষ এইটী ব্যাকরণ শুদ্ধ হইতে পারে।

বালী গ্রামের [illegible] সভার সভ্যগণ এক খানি মাসিক পত্রিকা প্রচারের সঙ্কল্প করিয়াছেন। এই পত্রিকার আকার সোমপ্রকাশের ন্যায় হইবে। ইহার মূল্য মাসে চারি আনা নিরূপিত হইয়াছে। ইহা সম্বাদ পত্র নহে। ইহাতে সাহিত্য, বিজ্ঞান ও অন্য অন্য বিষয়ক প্রস্তাবাদি লিখিত হইবে।

আমরা শুনিলাম এক [illegible] সম্পাদনী চন্দন করিলাম ঊহার নাম [illegible] শি। [illegible] প্রকাশিত হইবে। [illegible] অগ্রিম মূল্য [illegible] টাকা।

শ্রীযুক্ত [illegible] বাবু [illegible] করিতে [illegible] আইয়াছেন, তদন্য [illegible] ঔষধ [illegible] রোগ [illegible] করিয়াছেন। তাঁহার চিকিৎসায় অনেকের এ সকল রোগ [illegible] হইয়াছে।

বোম্বাই নগরে মানসম্পন্নীয় অহিফেনের [illegible] ১২৭৫ টাকায় বিক্রয় হইতেছে। [illegible] দেওয়াতে ক্রমে মূল্য বৃদ্ধি হইয়া আসিতেছে।

আমরা পূর্বে প্রকাশ করিয়াছিলাম, [illegible] বিলাতি [illegible] উঠি [illegible] এই সংবাদ [illegible]

এক্ষণে সংবাদ আসিয়াছে [illegible] বহু দিন তাঁহাদিগের পুস্তাতম [illegible] সকল বিক্রীত [illegible] দিন [illegible] উঠাইতে [illegible] ক্ষতিগ্রস্ত হইতে [illegible] উঠাইলে তাঁহা [illegible] আপত্তি নাই। যুক্তিকে কে কোথায় অন্যায়পর দেখিয়াছেন।

শুনা গেল আমাদের [illegible] প্রত্যেক [illegible] বেতন দিতে সম্মত হইয়াছেন। [illegible] অনুসন্ধান করিলে আমাদের গোলযোগের [illegible] বাহির হইতে পারে।

অ [illegible] গেজেট সম্পাদক বলেন, [illegible] দমন করিবার অভিপ্রায়ে সর্ব্ব [illegible] অগ্নি নিক্ষেপ করা হইতেছে। [illegible] এরূপ করিতেছে, তাহা জানা [illegible] নাই। তদন্তর সেনাপতি এতদ্দেশীয় [illegible] পত্র লিখিয়ে বাহির [illegible] অত্যন্ত বিরক্ত হইয়াছেন। এরূপ জনরব এক জন সৈনিক পুরুষ এক ব্যক্তিকে বধ করিয়াছে।

রামপুর বোয়ালিয়ার জজের বিস্তারিত সংবাদ আসিয়াছে। যে যে স্থানে [illegible] এক কালে [illegible] হইয়াছে। এইরূপ জনরব [illegible] উড়িয়া এক [illegible] এক ক্রোশ [illegible] উঠিয়াছে। [illegible] বিনষ্ট হইয়াছে। নিম্নে উহার এক [illegible] পাওয়া যাইতেছে -

মনুষ্য হত	১৭১
আহত	১১১
[illegible]	[illegible]

[illegible] বাড়ী, অনেক লোক [illegible] অধিক সংখ্যা প্রাণী বিনষ্ট হইয়াছে। আমরা একটী চমৎকার [illegible] নগদ [illegible]

[illegible] সাহেব বিদায় [illegible]

[illegible] সম্পাদক [illegible] বর্ষীয় পুত্র [illegible] এক জন [illegible] বিচার হইতেছে। বিদ্রোহ কালে [illegible] সময় মাত্র বয়ঃক্রম ছিল [illegible] দিতে উহাকে বিদ্রোহীর [illegible] হইল?

হরকরা সম্পাদক পুনর্ব্বার [illegible] কার্য্যের অনুমোদন করিয়াছেন। [illegible] কেন, কোন বরের কথা?

সমাচার হিন্দুস্থানী সম্পাদক [illegible] চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলিত করিবার [illegible] বোধ করিয়াছেন।

পেট্রিয়ট সম্পাদক স্বদেশীয়দিগকে [illegible] গ্রামে জরিমানা করিবার বিলের প্রতিবাদ [illegible] রিয়া আবেদন করিতে অনুরোধ করিয়াছেন। এ বিষয়ে আর বিলম্ব করা কোন [illegible] নহে।

বাবু কৈলাসচন্দ্র বসু সিবিল ফিনান্স কমিসনের সবিশেষ সাহায্য করাতে গবর্ণমেণ্ট তাঁহাকে ১০০০ টাকা পুরস্কার দিয়াছেন।

বোম্বাই সাটর্ডে রিবিউ সম্পাদক বলেন মহারাজ সিন্ধিয়া বোম্বাই নগরে যাইতেছেন। এরূপ জনশ্রুতি রাজা ইংলণ্ডে যাইবেন। সুতরাং তাঁর দিগেরও ক্রমশঃ ভয় হইতেছে।

মান্দ্রাজে এতদ্দেশীয়দিগের যে সভা আছে, ঐ সভা সর উইলিয়ম ডেনিসনের নিকটে মিরাসি অধিকারের প্রার্থী হইয়া এক আবেদন পত্র প্রদান করিয়াছেন। মিরাসি স্বত্বের অর্থ এই, পল্লীগ্রামে যে সকল ভূমি পতিত আছে, জমীদারেরা তাহা আপনাদিগের জমীদারির অন্তর্গত করিয়া লয়েন। তাঁহারা চিরকাল এই স্বত্ব ভোগ করিয়া আসিতেছেন। সর উইলিয়ম ডেনিসন তাঁহাদিগের আবেদন গ্রাহ্য করিয়া বলিলেন " আমার এ বিষয় বিবেচনা করিবার সময় নাই " কী বড় গ্রীষ্ম!

বিরেট বিভাগের জেলের অধ্যক্ষ ডাক্তর করবিন কলিকাতায় আসিবার সময়ে বর্দ্ধমানে শুনিলেন লেপ্টেনেন্ট কর্ণেল ডেনিস নামক এক জন আফিসর ওলাউঠায় আক্রান্ত হইয়াছেন। তাঁহাকে দর্শন করিবার জন্য করবিনকে অনুরোধ করা হয়, কিন্তু বাষ্পীয় শকট ছাড়িয়া যাইবে বলিয়া তিনি তাহা করেন নাই, এজন্য ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট তাঁহাকে পদচ্যুত করিয়াছেন

এক্ষণে পরীক্ষোত্তীর্ণ সিবিলিয়ানদিগকে লইয়া সংবাদ পত্রে মহাআন্দোলন হইতেছে। এই যুবকদিগের দুঃস্বভাব ক্রমশঃ প্রকাশ হইতেছে। " কম্পিটিসন ওয়ালারা " শেষে উপনিবেশের গবর্ণরের ন্যায় হইয়া উঠেন দেখিতে পাই।

দুই জন ইউরোপীয় নাবিক এক বাক্স চুরুট চুরি করাতে তাহাদিগের এক মাস কারাবাসের আদেশ হইয়াছে।

আর এক জন ইউরোপীয় চুরি করাতে তাহাকে সেসিয়নে সমর্পণ করা হইয়াছে। ক্রমে নরক গুলজার হইতেছে।

ইংলিসম্যান সম্পাদক বলেন লুধিয়ানার কমিসনর তত্রত্য নোরল্ বিক্রম নামক সংবাদ পত্রের সম্পাদককে তাড়াইয়া দিয়াছেন। কমিসনরের অনভিমত কোন বিষয় লেখা ইহার কারণ। পঞ্জাবে স্বাধীনতার আধিপত্য রহিত করাতে এক জন নরেন্দ্র ফ্রেণ্ডঅব ইণ্ডিয়ার দলের লোকের এক প্রিয় পাত্র।

ব্রিংস নামক এক জন ইউরোপীয় এক শত টাকার ব্যাঙ্ক নোট চুরি করাতে তাহাকে সেসিয়নে সমর্পণ করা হইয়াছে। ফ্রেণ্ড অব ইণ্ডিয়া ও ইংলিসম্যান প্রভৃতি এখনও কি ইউরোপীয়দিগের স্বতন্ত্র ও এদেশীয়দিগের স্বতন্ত্র আদালত রাখিবার চেষ্টা করিবেন?

উত্তর পশ্চিমাঞ্চলে এক জন ইউরোপীয় দস্যুবৃত্তি আরম্ভ করিয়াছে। তথায় ক্রমশঃ দুষ্কৃতির ইউরোপীয়ের সংখ্যা বৃদ্ধি হইতেছে। ইহারাই কি উপনিবেশকারীদিগের আদর্শ?

গ্রাণ্ট সাহেবের স্মরণার্থ কর্ত্তব্য অবধারণের উদ্দেশে ভারতবর্ষীয় সভাগৃহে এক সভা হইয়াছে।

গত সপ্তাহে প্রায় দশ লক্ষ টাকার গবর্ণমেণ্ট কাগজ বিক্রয় হইয়াছে।

ফ্রেণ্ডঅব ইণ্ডিয়া সম্পাদক এদেশীয়দিগের সুরাপানে অধিকতর প্রবৃত্তি দেখিয়া আক্ষেপ করিয়াছেন! ইউরোপীয়দিগের সংসর্গে এ দেশীয়দিগের এই বিদ্যারই বিলক্ষণ শিক্ষা হইয়াছে।

ইংলিসম্যান সম্পাদক বলেন, সর চারলস উড আজ্ঞা দিয়াছেন প্রধানতম বিচারালয় হইতে ইংলণ্ডীয় প্রিবিকৌন্সিলে যে সমস্ত মোকদ্দমার আপীল হইবে লিগাল রিমেম্ব্রান্সরকে তাহার সংক্ষেপ বৃত্তান্ত লিখিয়া দিতে হইবে।

আসাম হইতে সংবাদ আসিয়াছে তত্রত্য গোলযোগের কিঞ্চিৎ শান্তি হইয়াছে।

আমরা শুনিয়া দুঃখিত হইলাম দিনাজপুর রাণী পীড়িত হইয়াছেন।

চীনদেশ হইতে মেইলযোগে নিম্নলিখিত সমাচার আসিয়াছে। বিদ্রোহীরা অদ্যাপিও হীনবল হয় নাই। সাংহের ২০ ক্রোশ পথের মধ্যে যত বিদ্রোহী আছে ইংরাজ ও ফরাসী রণতরির অধ্যক্ষেরা তাহাদিগের সহিত সর্ব্বদা যুদ্ধ করিতেছেন। সাংহেতে প্রায় ৮০০০০ পলায়িত ব্যক্তি আসিয়াছে তাহাদিগের সকলকে আহার দেওয়া কঠিন হইয়া উঠিয়াছে। পিকিন ও জাপান হইতে কোন বিশেষ সংবাদ আইসে নাই। নানকিনে নদীর অপর পারে সম্রাটের সেনারা যুদ্ধার্থে আগমন করিয়া সুসজ্জিত হইয়াছে।

নিঙ্গপো হইতে সংবাদ আসিয়াছে বিদ্রোহীদিগের এক দল জাহাজ চুসান অধিকার করিবার জন্য প্রস্তুত হইয়াছে।

অদ্য টৌনহালে বহুলোকের সমাগম হইবে, তথায় অনেক পুষ্প ফল ও উৎকৃষ্ট দ্রব্যাদি প্রদর্শিত হইবে।

সম্প্রতি পঞ্জাবের জেলের প্রস্তুত করা দ্রব্য সকল প্রদর্শিত হয়, অনেকে তাহা দর্শন করিয়া সন্তুষ্ট হইয়াছেন। আলিপুরের জেলের দ্রব্যাদি সাধারণের সম্মুখে উপস্থিত করা না হয় কেন?

এ, এ, রবর্টস সাহেব পঞ্জাবের রাজস্ব বিষয়ের কমিসনর হইয়াছেন। রবর্টস সাহেব ভারতবর্ষের ব্যবস্থাপক সভার সভ্য হইবেন।

লাহোর ক্রনিকেল সম্পাদক বলেন করতারপুরে যে আফিসরেরা নর্ত্তকীদিগের প্রতি দুর্ব্যবহার করিয়া ধৃত হন লেপ্টেনেণ্টগবর্ণর তাহাদিগের উপর অতিশয় বিরক্ত হইয়াছেন।

একজন ফিরিঙ্গি কয়েকটি ছুরি ও কম্পাস চুরি করাতে তাহার দুই সপ্তাহ কারাবাসের আদেশ হইয়াছে।

হরকরাসম্পাদক বলেন মরিয়ার নামক সেক্রেটারি আফিসের একজন কেরাণী ২০০ টাকা বেতনে নূতন কনষ্টাবুলরি পুলিসের একজন সহকারী হইয়াছেন। রাজ্যের অনাটনে এই খেলা ভাঙ্গিয়া যাইবে!

ইংলিসম্যান সম্পাদক বলেন ফিসার নামক একজন সিবিলিয়ান ত্রিবাঙ্কুরের রেসিডেণ্ট হইয়াছেন। মিলেটারিরা প্রায় রেসিডেণ্ট হইয়া থাকেন।

পরিমিটের দ্রব্যাদি অতিশয় বিশৃঙ্খলায় রাখা হয় উক্তসম্পাদক তাহার প্রসঙ্গ করিয়া আক্ষেপ করিয়াছেন। বস্তুতঃ কর্ম্মচারিদিগের দোষে অনেকে ক্ষতিগ্রস্ত হইয়া থাকেন।

রামপুর হাটে ওলাউঠার অতিশয় প্রাদুর্ভাব হইয়াছে।

ইংলিসম্যানে লিখিত হইয়াছে, রাজা প্র-

প্রতাপচন্দ্র সিংহ কয়েক দিবস পূর্ব্বে যখন বর্দ্ধমানে যান, তৎকালে সুরাপানে উন্মত্ত হইয়াছিলেন। এ সংবাদটী যদি সত্য হয়, অত্যন্ত দুঃখের বিষয় সন্দেহ নাই, কিন্তু এ সংবাদ মিথ্যা আমাদিগের বিলক্ষণ বোধ হইতেছে। বোধ করি রাজাও ইহা অলীক বলিয়া প্রতিপন্ন করিবেন।

বোম্বাই গেজেট সম্পাদক বলেন, দাক্ষিণাত্যে কয়েকটি তুলার আবাদ হইবে, ইউরোপীয় কৃষকেরা কার্য্য করিবেন। কৃষিকর্ম্মের উন্নতি যত হয় ততই ভাল কিন্তু ইউরোপীয়েরা কৃষি কার্য্য করিবে, এইটী শুনিয়াই শঙ্কা জন্মিতেছে।

কিছু দিন হইল এক জন ইউরোপীয় শ্রীরামপুরে রেইলওয়ে হইতে নামিবার সময়ে আপনার থলে ভুলিয়া যান। দেশীয় দুই জন লোক তাহা লইয়া যায়। তাহারা তন্মধ্যস্থিত ২৬০০ টাকার নোট চুরি করিয়া অবশিষ্ট গুলির ষ্টেশন মাষ্টরকে দেয়। ইতি মধ্যে টেলিগ্রাফে সংবাদ আসাতে তাহারা ধৃত হইয়াছে।

মুরশিদাবাদের নবাব গ্রাণ্ট সাহেবের স্মরণার্থ চিহ্নের জন্য ২০০০ টাকা প্রদান করিয়াছেন।

বোম্বাই বিশ্ববিদ্যালয়ের চারিজন ছাত্র বি, এ, উপাধি পাইয়াছেন। ইহাঁরা সকলেই ব্রাহ্মণ। ১৮৫৯ অব্দ অবধি ১০৯ জন মাত্র তথায় প্রবেশিকা পরীক্ষা দিয়াছে।

সুরত নগরে আজিও লোটউঠার প্রকোপ কমে নাই।

হারিংটন সাহেব কিয়দ্দিবসের জন্য গবর্ণর জেনরলের কৌন্সিলের মেম্বর হইয়াছেন।

এবার চীন দেশ হইতে ১০০ বস্তা তুলা লিবরপুলে রপ্তানী হইয়াছে।

সর উইলিয়ম ডেনিসন বিদ্যাশিক্ষা ও প্রবন্ধ রচনার আবশ্যকতা বিষয়ে দুই প্রস্তাব লিখিয়াছেন। এদেশে লেখা গবর্ণরদিগের অবশ্য কর্ত্তব্য কর্ম্ম বটে!

লাড কানিঙ কয়্যাচি দর্শন করিয়া গমন করিয়াছেন।

কাবুল হইতে সংবাদ আসিয়াছে পারসীক সেনারা ফরা নামক একটি নগর অধিকার করিয়াছে। হিরাটের নবাব তাঁহাদিগের সহায়তা করিতেছেন। ইনকম টাক্স কমাইবার চেষ্টা হইতেছে, এ সময়ে আবার পারস্যে যুদ্ধ উপস্থিত হইল।

লেপ্টনেণ্ট কর্ণেল ক্রস ভারতবর্ষের পুলিষ ইন্স্পেক্টর জেনরল হইয়াছেন। ক্রস সাহেব লাড এলেন্‌বরের কুটম্ব।

নিম্ন লিখিত গবর্ণমেণ্ট নোট সকল ভিন্ন ভিন্ন রাজধানীতে প্রচলিত হইয়াছে।

কলিকাতা	২,৩০,০০,০০০
বোম্বাই	১,১৪,০০,০০০
মান্দ্রাজ	২১,০০,০০০
মোট	৩,৬৫,০০,০০০

শীঘ্র চারি কোটি হইবে। এই সকল নোটের প্রতিভূস্বরূপ টাকা রহিয়াছে।

উক্ত সম্পাদক বলেন আগরায় শস্যাদি সস্তা হইয়াছে। ছোলা প্রতি টাকায় ।।৩ করিয়া বিক্রয় হইয়াছে। এবৎসর উত্তম ফসল জন্মিয়াছে।

পেণ্ডুলমের দ্বারা পাখা টানিবার যে নূতন আবিষ্ক্রিয়া হইয়াছে, উত্তর পশ্চিমাঞ্চলের গবর্ণমেণ্ট তদনুসারে কার্য্য করিবার চেষ্টা করিতেছেন। ইহার আবিষ্ক্রিয়াকারী গ্রাণ্ট সাহেবের প্রতি আলাহাবাদে গমন করিবার আদেশ হইয়াছে।

অযোধ্যাগেজেট সম্পাদক বলেন কাশীর দস্যুদলপ্রধান শম্ভু সিংহ ধৃত হইয়াছে।

উক্ত সম্পাদক আরও বলেন, লক্ষ্ণৌনগরস্থ ইউরোপীয় সেনাদলের এক জন সৈনিক পুরুষ কোন সামান্য অপরাধে কারারুদ্ধ হওয়াতে গুলি করিয়া আত্মহত্যা করিয়াছে। সৈনিকপুরুষেরা হয় ত গুরুতর অপরাধ করিয়া মুক্ত হয়, নতুবা সামান্য অপরাধ করিয়া কঠিন দণ্ড পায়।

টাইমস্‌ অব ইণ্ডিয়া সম্পাদক বলেন বোম্বাইয়ের ডেপুটি মাজিষ্ট্রেটেরা তিন শ্রেণীতে বিভক্ত হইবেন। তাঁহাদিগের ৫০০, ৪৮০, ৩৮০, করিয়া বেতন হইবে।

লাহোর ক্রনিকেলে লিখিত হইয়াছে এক ব্যক্তি এক জন ইউরোপীয়কে বধ করিয়াছে সন্দেহ করিয়া তত্রত্য কর্ত্তৃপক্ষ বিনা বিচারে তাহাকে দশ বার বৎসর কারারুদ্ধ করিয়াছেন। পঞ্জাবের বুঝি এই সুবিচার! অথবা পঞ্জাবে-রই বা দোষ কি, আমাদিগের ঠকি জেলে অনেকে তিন চারিবৎসর হাজতে থাকে।

হুগলীতে সম্প্রতি রতি ও কামদেবের পূজা হইয়া গিয়াছে। তদুপলক্ষে পাটা ও মদের আদ্ধ হইয়াছে। শুনা যাইতেছে এক জন পেস্কারের উদ্যোগে এই ঘৃণিত পূজা হয়। এই সকল দর্শন করিয়া আমাদিগের এক এক বার ইচ্ছা হয় যে গবর্ণমেণ্ট আইন করিয়া বল পূর্ব্বক কুৎসিত উৎসব সকল উঠাইয়া দেন।

বোম্বাইয়ের ব্যবস্থাপক সভার প্রথম সেসিয়ন শেষ হইয়াছে। ইহার পর ভবিষ্যতের বিল বিবেচনা করিতে হইবে, এই বেলা আমাদিগের ব্যবস্থাপকেরাও কিঞ্চিৎ বিশ্রাম করিয়া স্থির হউন।

দিঘাপতিয়ার রাজা প্রসন্ন নারায়ণ দেবের মৃত্যু হইয়াছে। বিদ্যা দান বিষয়ে তাঁহার বিশেষ উৎসাহ ছিল।

গত শুক্রবার নিম্ন লিখিত মূল্যে আফিন বিক্রয় হইয়াছে।

	সিন্দুক	টাকা
বেহারের	১০০৫	১২[illegible].৭৭৫
কাশীর	১৫০	১২৯৮,

গড়ে প্রতি সিন্দুক ১২০০ টাকায় বিক্রয় হইয়াছে।

উকীল সদরালার নাম তালিকা কোর্ট হইতে কাটিয়া দেওয়া হইয়াছে, লাহোর গেজেট সম্পাদক প্রতিবাদ করেন না কেন?

—০—

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা।

১২ ই এপ্রেল শনিবার।

মৌলবী আবদুল লতীফ টিকা থাকিত কাজি স্থির করিবার বিল অর্পণ করিয়া বক্তৃতা করিলেন।

মেটলাণ্ড সাহেব ঐ বিলের সম্পর্কে কয়েকটি অম সংশোধন করিলেন এবং বলিলেন পাবলিক প্রভৃতির ভার নির্ণয় কর্ত্তব্য কিন্তু গবর্ণমেণ্টের হস্তে তাহা স্থির করিবার ভার না দিয়া ব্যবস্থাপক সভার হস্তে ভার দেওয়া উচিত। এই বিল সিলেক্ট কমিটির হস্তে সমর্পিত হইল।

বাবু রমাপ্রসাদ রায় ১৮৫৯ অব্দের ১১ আইন সংশোধন বিষয়ক বিল অর্পণ করিলেন। এই বিল বিধিবদ্ধ হইল

...সন সাহেবের প্রস্তাবক্রমে বাঙ্গালীর জা... তি সকল মধ্যে মধ্যে পরীক্ষা করিবার বিলের ...পোর্ট পঠিত হইল। কাউই সাহেব রিপোর্ট ...শোধন করিলেন।

হারিংটন সাহেব ১৮৫৯ অব্দের ১০ আইন ...শোধন বিষয়ক বিল বিধিবদ্ধ করিবার প্র...াব করিলেন। বাবু রমাপ্রসাদ রায় এই বি...লের প্রতি আপত্তি করিয়া আগামি সভা পর্য্যন্ত ... স্থগিত রাখিবার অনুরোধ করিলেন। ...লেপ্টেনেন্ট গবর্ণর তাঁহার পোষকতা করিলেন, ...কন্তু অধিক সভ্য একমত হওয়াতে এই বিল ...বিধিবদ্ধ হইল।

ফরগসন সাহেব জমীদারি জাজের বিলে ...লেক্ট কমিটির রিপোর্ট পাঠ করিবার প্রস্তাব ...রিলেন। ইহা অনেকক্ষণ বিতর্কের পর স্থ...গিত রহিল

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

১৬ ই এপ্রেল বুধবার।

...বি টম সাহেবের প্রস্তাব ক্রমে ইষ্টাম্প আইন ...সংশোধন বিষয়ক বিল বিধিবদ্ধ হইল।

সীটন কার সাহেব ১৮৩৫ অব্দের ২ আইন পরিব...র্ত্ত বিষয়ক বিল সংক্রান্ত সিলেক্ট কমিটির রি...পোর্ট প্রদান করিলেন। হারিংটন সাহেব নিম্ন...লিখিত বিলের রিপোর্ট প্রদান করেন

...জন টাক ও পয়সা করিবার বিল। ফৌজদা...রী আইন সংশোধন বিষয়ক বিল।

ফর্বস সাহেবের ১৮৩৯ অব্দের ১৫ আইন (বাকী ...খাজানা নালিসের আইন) সংশোধন বিষয়ক ...বিল অর্পণ করিয়া তাহা সিলেক্ট কমিটির হস্তে ...অর্পণ করিতে অনুরোধ করিলেন।

লেগু সাহেবের ১৮৬০ অব্দের ১০ আইন সং...শোধন বিষয়ক বিল অর্পণ করিয়া তাহা সিলেক্ট ...কমিটির হস্তে প্রদান করিলেন। এই বিল অর্পণ ...করিবার সময়ে তিনি ১৮৬০ অব্দের আয় ব্য...য়ের হিসাব প্রদান করিলেন। প্রায় দুইঘণ্টা ...পর্য্যন্ত বক্তৃতা করা হয়

কাউই ও ফিটজ উইলিয়ম সাহেব বর্তমানীর মা... ও ইনকম টাক্স ন্যূন করাতে সাধ্যের আহ্লাদ প্রকাশ করিয়া এইরূপ অভিপ্রায় প্রকাশ করি...লেন পাঁচ বৎসর যাইতে না যাইতে এই সুনিত ...কর উঠিয়া যাইবে।

লেগু সাহেবের ১৮৬০ অব্দের ৩২ আইন (ইন...কম টাক্স সংশোধন বিষয়ক বিল) অর্পণ করিয়া...ছে। সিলেক্ট কমিটির হস্তে দিলেন

হারিংটন সাহেব উত্তর পশ্চিমাঞ্চল ও বঙ্গদেশের অবধের করের বিল সভায় অর্পণ করিলেন।

গবর্ণমেন্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টনেন্ট গবর্ণরের

আদেশানুসারী নিয়োগ।

২৯এ মার্চ।

এফ, বি, সিম্‌সন সাহেব ময়মনসিংহে প্রথম শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন, কিন্তু যতদিন অন্য হুকুম না হয় পূর্ণিয়ার জজের প্রতিনিধি থাকিবেন।

এইচ এইচ. রবিন্সন সাহেব মেদিনীপুরে দ্বিতীয় শ্রেণীর মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

আর, বি, কক্‌বর্ণ সাহেব একণে অনুমতি লইয়া অনুপস্থিত আছেন ইনি ঢাকার মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

এফ, এম, বেলিসেস সাহেব রাজসাহির জাইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর হইবেন। কিন্তু যতদিন অন্য হুকুম না হয় চম্পারণে মাজিষ্ট্রেট ও কালেক্টর থাকিবেন।

এইচ, ভ্যানকি সাহেব দ্বিতীয় শ্রেণির জাইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

৪ ঠা আপ্রেল।

শ্রীহট্টের সদর আমিনর মৌলবি মেহাউদ্দীন আলি ফৌজদারি আইনের (১৮৬১ সালের ২৫ আইন। ২৯ ধারা অনুসারে ঐ প্রদেশে প্রথম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

৭ই আপ্রেল।

মানভূমের অনুপোষি রঘুনাথ পুরের মুনসেফ মৌলবি ফরকত আলি ফৌজদারি আইনের (১৮৬১ সালের ২৫ আইন) ২ ধারা মতে এবং ১৮৫৪ সালের ১০ আইনের ১ ধারা মতে ঐ প্রদেশে দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

মৌলবি আবদুল লতিফ পরীক্ষা সভার এক জন সভ্য হইবেন।

৮ই আপ্রেল।

সংবাদ পঞ্জাব পদাতিক সৈন্য দলের অধ্যক্ষ কর্ণেল এইচ, এফ, ডেভাকোর্ট সি, বি, ১৮৫০ সালের ১১ আইন মতে ঐ আইন সংক্রান্ত মকদ্দমার বিচার জন্য অযোধ্যা প্রদেশের কমিসনর হইবেন।

সিংহভূম ও মানভূমের আফিসিয়েটিং জজের প্রতিনিধি ডবলিউ এইচ, বট্‌লি সাহেব ঐ সকল প্রদেশের আফিসিয়েটিং জজ হইবেন

এস, ...কেণ্ডিস সাহেব সারণের মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধি হইবেন

জে. এস, আরবথনট সাহেব ত্রিহুতের জা...ইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের প্রতি...নিধি হইবেন।

সি, ডি, ফিল্ড সাহেব পূর্ণিয়ার জাইন্ট ম...াজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের প্রতিনিধি হই...বেন।

৯ই আপ্রেল।

ডবলিউ জি, ইয়ঙ সাহেব বাঁকুড়ায় প্রথম শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

১০ই এপ্রেল

কাপ্তেন, ডবলিউ, চি মেগার বঙ্গদেশীয় ৫ গণিত পুলিশ সেনাদলের অধ্যক্ষ হইবেন।

লেপ্টেনেন্ট সি, জি সেকার, বি, সি, বিলি... একণে বিদায় লইয়া আছেন প্রথম গণিত পুলিশ সেনাদলের অধ্যক্ষ হইবেন।

সি, জি, বুক সাহেব প্রতিনিধি দ্বিতীয় সাইন...আটেণ্ডাণ্ট হইবেন।

জি, এ, স্মিথ সাহেব সাঁওতাল পরগণার সরকারি কমিসনর হইবেন।

১১ ই এপ্রেল।

ঢাকার প্রতিনিধি অতিরিক্ত জজ এফ, এ, কার্লিস্‌লিল, এফকিনষ্টোন সাহেব কিছু দি...নের জন্য উক্ত জেলার প্রতিনিধি সিবিল ও সে...সিয়ন জজের কর্ম্ম করিবেন।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদকেষু।

কুমারখালির অসম্ভব দাহ।

যথোচিত সম্মানপুরঃসরং নিবেদনমেতৎ।

উঃ কি পরিতাপ! গত কল্য কিরূপে মহা... প্রভাত হইয়াছিল, একে গ্রীষ্মকালের প্রচণ্ড মার্ত্ত...ণ্ড তাপ, তাহাতে বটিকাসদৃশ বায়ুর বিষম বে...গ, বোধ হইতে লাগিল যেন বসুমতী প্রলয়ে... হস্তে পতিত হইয়া রাহুগ্রস্ত শশধরের ন্যা... কম্পিত হইতেছেন। তখন যাহার দিকে দৃষ্টি ... করা যায়, দেখা যায় তাহারই চিত্ত বিকৃত, কে... সুস্থচিত্ত নহেন, বিশেষতঃ সেই সময় মনুষ্য ... দেরই আহারের সময় উপস্থিত, কাহারো পাক... প্রস্তুত; কাহারো প্রস্তুত হইতেছে, কেহ আহ... করিয়াছে, কেহ আহারে বসিয়াছে, এমন সময়... এই কুমার খালির পশ্চিম দিকে অগ্নি লাগি... এক ঘণ্টার মধ্যে দক্ষিণ দিকের প্রায় ৩, ৪ ক্রো... ব্যাপিয়া যত বসতী বাটী ও গোলা বাটী ছি... সমুদায় ভস্ম হইয়া যাওয়ার অদ্যাবধি পল্লীস্থ...

হইল। যাহার [illegible] ছিল, কাহারো তাহার একাংশ, [illegible] অংশও বাকি হইল না, যে, যে অবস্থায় ছিল, সে, সেই অবস্থাতেই [illegible] [illegible] ভূমি লইয়া [illegible] [illegible] ঐশ্বর্য্য লোকে, কেহ বা [illegible] কেহ আমার কি হইল [illegible] করাঘাত, কেহ [illegible] সর্ব্বনাশ হইল বলিয়া বক্ষঃস্থলে করাঘাত করিয়া [illegible] প্রকার করুণস্বরে ক্রন্দন করিতেছে। [illegible] শ্রবণ করিলে [illegible] অশ্রুধারা [illegible] [illegible] সম্পাদক মহাশয় এতদ্দেশীয় ব্যবসায়ি লোকের [illegible] ক্ষতি হইয়াছে তাহা লিখিয়া শেষ করা দুঃসাধ্য। অনুমান [illegible] হাজার টাকার চাউল, ধান্য এবং অন্যান্য জিনিষ নষ্ট হইয়া [illegible] হইয়াছে। একে এই দুর্বৎসর উপস্থিত, তাহাতে এই [illegible] ক্ষতি হওয়াতে বাণিজ্যের যে কত ব্যাঘাত হইবে [illegible] লোকের সর্ব্বনাশ হইল, তাহা [illegible] সকলেই বুঝিতে পারেন। একজন [illegible] ক্ষুধাতুর হইয়া মুখ ব্যাদান করিয়া চাউল ধন্যাদি প্রচুর ভোজ্য দ্রব্য আহার করিয়া ক্ষুধা নিবৃত্তি না হওয়ায় শেষে ক্রোধে [illegible] মনুষ্য গ্রাস করিয়া কএকবৎসর ক্ষান্ত ছিলেন। অত কল্য তাঁহার তদপেক্ষায় চতুর্গুণ ক্ষুধানল প্রজ্বলিত হওয়ায় [illegible] হইয়া [illegible] ক্রোশ ব্যবধান পর্য্যন্ত ভয়ঙ্কর রূপে আহার করিয়াছেন এবার যথেষ্ট চাউল ও ধান্য পাইয়াছিলেন, তা-হাতেই রক্ষা, না হইলে একরূপ বিকট মূর্ত্তি ধারণ করিয়া আহারে প্রবৃত্ত হইয়াছিলেন, তাহাতে যে সমুদয় লোক উদরস্থ করিতেন তদ্বিষয়ে আর সন্দেহ নাই। যাহা হউক, সম্প্রতি [illegible] না করিয়া কেবল চাউল ও ধানেতে [illegible] হইয়াছেন, [illegible] যেমন লোকে হতজ্ঞান হয়, [illegible] গর্জনেও সেইরূপ সকলে জ্ঞানশূন্য হইয়াছিল। কেহই তাহার নিকটবর্ত্তী হইতে পারিল না। কি আশ্চর্য্য, এরূপ ভয়ঙ্কর অগ্নি কখন দেখি নাই।

সন ১২৬৮ সাল। নিতান্তানুগত
তারিখ [illegible] চৈত্র। শ্রীশ্যামলাল মজুমদার
কুমারখালি।

সবিনয় নিবেদন।

মহাশয়! আমি কতকগুলি অপকৃষ্ট গ্রাম ভ্রমণ করিয়া অতিশয় পীড়িত হইয়াছি সুতরাং অধিক দূরদেশে যাইতে পারিতেছি না। অতএব [illegible] পর্য্যন্ত দেশের বিবরণ লিখিত [illegible] মাত্র ব্যক্ত করিব।

মহাশয় [illegible] পূর্ব্বে [illegible] [illegible] দেখিলাম তদ্দেশীয় লোক সকল অতিশয় [illegible] শাঠ্য, বিবাদ [illegible] [illegible] লোক, প্রায়ই দেখিতে পাওয়া যায় না। [illegible] মুসলমান [illegible] [illegible] অতিশয় নীচ হইয়া গিয়াছে [illegible] [illegible] [illegible] স্ত্রীলোকেরাও [illegible] অতিকর্ম্মা, [illegible] শ্রী, স্বাভাবিক সুন্দরী। [illegible] স্ত্রীলোকেরা [illegible] বটে, কিন্তু নাক থাকা বক্ষঃস্থল পর্য্যন্ত [illegible] পরিধান করে, উপরিভাগ অনাবৃত [illegible] ঐ দেশের লোকেরা অতিশয় বুদ্ধিমান, মোকদ্দমায় একরূপ নৈপুণ্য প্রকাশ করে যে এই বিষয়ে [illegible] [illegible] কোন দেশের লোকেরই দেখিতে পাওয়া যায় না। কিন্তু মোকদ্দমার উপযোগী ভিন্ন অন্য লেখা পড়া শিখে না। অতএব গবর্ণমেণ্টের উচিত ঐ দেশের মফঃস্বলে দুই একটি বিদ্যালয় স্থাপন করিয়া দেন। কারণ বুদ্ধিমান লোকেরা বিদ্যাভ্যাস করিলে অতি শীঘ্রই সুদক্ষ হইয়া উঠে।

[illegible] এবং [illegible] বিস্তার [illegible]
ভ্রমণ কারিনঃ

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদকমহাশয় সমীপেষু।

মহাশয়! গত ২২ এ, চৈত্র [illegible] চন্দন নগরস্থ ইংরাজী ও বঙ্গ বিদ্যালয়ের দ্বিতীয় বার্ষিক পুরস্কার বিতরণকার্য্য সুচারুরূপে সম্পাদ হইয়াছে। এই কার্য্যোপলক্ষে [illegible] [illegible] অনেক [illegible] বিদ্যানুরাগী ভদ্রলোকের সমাগম হয়। কার্য্যারম্ভে সভাপতি শ্রীযুক্ত বেবরণ [illegible] সাহেব ইংরাজি [illegible] বিদ্যা শিক্ষার [illegible] ধর্ম্মনীতি শিক্ষার [illegible] বিষয়ে বক্তৃতা করিয়া সভাস্থ সকলের [illegible] করিলে [illegible] ডাক্তর [illegible] সাহেব তাঁহার পোষকতা করিলেন। অনন্তর আর তিন জন দেশস্থ ভদ্র লোক মহোদয়দিগের সহিত [illegible] সাহেবের ও [illegible] উপর নির্ভরের [illegible] বিষয়ক বক্তৃতা করিলে সভা ভঙ্গ হইল।

১৮৬০ খৃষ্টাব্দের ডিসেম্বর মাসে এই বিদ্যাল[illegible] [illegible] হয়। [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] টাকা আয় [illegible] [illegible] এই [illegible] বিদ্যালয়ের আবশ্যক [illegible] [illegible] অবশিষ্ট [illegible] [illegible] বিদ্যালয়ে [illegible] জমা আছে। তাহার ক্রমিক [illegible] [illegible] বালকদিগের [illegible] হইতে [illegible] তাহার [illegible] [illegible] নির্ব্বাহ হইয়া থাকে, [illegible] [illegible] সাহায্য লইতে হয় নাই [illegible] শ্রীযুক্ত [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] করিয়াছেন।

[illegible] বিদ্যা শিক্ষার [illegible] [illegible] নিমিত্ত এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হইয়াছে [illegible] ক্রমে ইহাকে কয়েকটা [illegible] নবীনাক, শিক্ষক [illegible] নিযুক্ত [illegible] তাঁহাদের অনুগ্রহ ও পরিশ্রমে এই বিদ্যালয়টির আশাতীত উন্নতি হইয়াছে। [illegible] যে যে দেশহিতৈষী মহাশয় এই বিদ্যালয়ের [illegible] এককালীন দান করিয়াছেন এবং যাঁহারা মাসিক দান করিয়াছেন ও [illegible] [illegible] অধ্যক্ষদিগের মধ্যে [illegible] [illegible] ৮০ মুদ্রার পুস্তকের এক এক খণ্ড পুস্তক বালক [illegible] পারি[illegible] প্রদান করিয়াছেন [illegible] এই বিদ্যালয়ের উন্নত করা শারীরিক ও মানসিক [illegible] [illegible] করিয়াছেন আমরা [illegible] তাঁহাদিগের সকলের নিকট কৃতজ্ঞতা স্বীকার করিতেছি এবং বিনীতভাবে প্রার্থনা এই যে তাঁহারা যাবজ্জীবন যেন [illegible] বালকদিগকে বিস্মৃত না হন

চন্দননগর
[illegible] শক শ্রী[illegible] [illegible]
[illegible] এ চৈত্র

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

সম্পাদক মহাশয়! আমরা অতিশয় দুঃখিত হইয়া প্রকাশ করিতেছি যে, অত্রত্য আদালতের মহত্ব আমিনীর উকিল বাবু [illegible] দাস প্রব[illegible] রোগে আক্রান্ত হইয়া গত হই [illegible] [illegible] সূর্য্যোদয়ের পূর্ব্বে পরলোক গমন করিয়াছেন। ইনি বাঙ্গলা, ইংরাজী ও পারসী এই

ন তাহাতেই আদালতের কার্য্য নির্বাহ করিতেন। কাশীচাঁদ বাবু সময়কে কখন বৃথা নষ্ট করেন নাই। উনি অতি পরিশ্রমী, মিতব্যয়ী ও পরোপকারী লোক ছিলেন। ইঁহার ঐ কর্ম্মে বিশেষরূপ নৈপুণ্য দর্শন করিয়া আদালতের বিচার কর্ত্তারা ইঁহাকে "রায়" উপাধি প্রদান করিয়াছিলেন। [illegible] বিষয় এই যে ইঁহার সহধর্ম্মিণী ১৬ টী পুত্র ও ৫ টী কন্যা, সমুদায়ে ২১ টী সন্তান প্রসব করিয়াছেন। এক্ষণে ইঁহার ৮ টী পুত্র ও ৪ টী কন্যা বর্ত্তমান আছে। কাশীচাঁদ বাবু একজন পৌত্তলিক ছিলেন বটে, কিন্তু তিনি অন্য ধর্ম্ম দ্বেষ্টা ছিলেন না। ইঁহার একবৎসর পূর্ব্বে যখন ইঁহার [illegible] পুত্র ব্রাহ্মধর্ম্মের প্রতিজ্ঞা পত্রে [illegible] করিয়া ব্রাহ্মধর্ম্মের নিয়মানুসারে ঈশ্বরের উপাসনা [illegible] ব্রাহ্ম সমাজে গমনাগমন করিতে লাগিলেন তখন তিনি কোন বিরক্তি প্রকাশ না করিয়া বরং সৌজন্যই প্রকাশ করিয়াছিলেন। মৃত্যুকালে কাশীচাঁদ বাবুর [illegible] ৬৮ বৎসর মাত্র হইয়াছিল।

২১ এ এপ্রেল ১৮৬২

মেদিনীপুর এইচ. এম. [illegible]

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয়েষু।

অমুক [illegible] এক্ষণকার কবি পদ [illegible] ব্যক্তি " [illegible] " [illegible] একটি [illegible] করিয়াছেন। [illegible] বালকদিগের [illegible] বিদ্যালয়ে [illegible] উপযোগী [illegible] এই [illegible] উদ্দেশ্য। [illegible] প্রথম [illegible] এই [illegible] হইয়াছে।

২। [illegible] অধ্যাপক [illegible] কালেজে [illegible] প্রায় [illegible] হইয়াছে। [illegible] একজন [illegible]
[illegible] ঐ শ্রেণী [illegible] অধ্যাপক [illegible] লিখিয়া [illegible] পারিলেন না। এ. এম. [illegible] তুল্য [illegible] পাওয়া [illegible]। তৃতীয়, দ্বিতীয় ও প্রথম [illegible] যাঁহারা [illegible] পড়াইতে [illegible] তিনি [illegible] করিয়া

থাকেন তাহা লিখিয়া শেষ করা যায় না। কিন্তু পোস্ট গ্রাজুএট [illegible] অল্প, অর্দ্ধার একা ইহাকে কি প্রকারে সুচারুরূপে চালাইতে সমর্থ হইবেন। শিক্ষা সংক্রান্ত কার্য্যের অধ্যক্ষ মহাশয়ের এ কালেজে দুই এক জন সুযোগ্য অধ্যাপক প্রেরণ করা কর্ত্তব্য।

৩। গত বৃহস্পতিবার বেলা অপরাহ্ণ তিন ঘটিকার সময় এখানে প্রচণ্ড বাত্যা হইয়া বহুতর [illegible] গৃহ ভূতলশায়ী করিয়াছে। বাতাসের অব্যবহিত পরেই বৃষ্টি মুষল ধারায় পতিত হয়। প্রামাণিক লোক মুখে শুনিলাম যে ঐ দিবস ঢাকার অন্তঃপাতি [illegible] গ্রামে শিলা "এক সের ও ১॥ সের হইবে" বৃষ্টি হয়। তাহাতে [illegible] নিষ্ট হইয়াছে এবং এক জন কৃষক মুমূর্ষু প্রায় হইয়াছে।

ঢাকা, বশম্বদ

[illegible] শ্রীকৃষ্ণচন্দ্র মৌলিক

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয়েষু।

পশ্চাল্লিখিত বিষয়টিকে সোমপ্রকাশে স্থান পাইলে বাধিত হই

অনুগত বশম্বদ।

এক জন কুর্মি জাতীয় লোক কোন গুরুতর অপরাধে [illegible] হইয়া বাঁকুড়ার [illegible] হস্তে অর্পিত হয়। সে দোষ স্বীকৃত হইলে [illegible] বাঁকুড়ার ম্যাজিষ্ট্রেট সাহেবকে, সে প্রকারে উক্ত দোষীকে "[illegible]" করিবার আদেশরূপ মত দিবার পরামর্শ দেন। তদনুসারে যাজি [illegible] কেবল এ প্রতিবাদ কালে কুর্মি "[illegible]" [illegible] হইতে না পাবে; শ্রীরামপুরের জাইণ্ট ম্যাজিষ্ট্রেটের উপর ঐ দণ্ড [illegible] হয়, তিনি দোষীকে [illegible] ১৩ই মার্চ্চ তাহার উপর যেরূপ পীড়ন করেন তদ্বৃত্তান্ত কোন বিশ্বস্ত বন্ধুর নিকট শ্রবণ করিয়া বর্ণন করিতেছি।

[illegible] কোন বিচারালয়ে আনীত হইলে [illegible] মেহতর [illegible] তাহাদিগকে কুর্মির মস্তকে [illegible] চালাইতে কহিলেন। সে [illegible] স্বীকার করিয়া [illegible] "[illegible] সাহেব যদি [illegible] কেটে ফেল, [illegible] তবু আমি উহা স্বীকার করিতে পারিব না।" ম্যাজিষ্ট্রেট কহিলেন "[illegible] তোমাকে [illegible]"। কুর্মি [illegible]

গ্রস্ত না হওয়াতে সাহেব [illegible] কশাঘাত আরম্ভ করিলেন। কি নিষ্ঠুরতা! সাহেব যত আঘাত করিতে লাগিলেন কুর্মি আর্ত্তনাদ সহকারে তত চীৎকার করিতে লাগিল, ক্রমে সে মূর্চ্ছিত ও ভূমিলুণ্ঠিত হইল, সাহেব তথাচ নিরস্ত হইলেন না। কিয়ৎক্ষণ পরে মুক্তির মুখ-কল্প সে ডাক্তর সাহেবের নিকট এই বলিয়া প্রেরিত হইল যে এ আর কত বেত খাইলেও মরিবে না, ডাক্তর কহিলেন আর ত্রিশ ঘা বেত ইহাকে মারা যাইতে পারে। [illegible] আজ নয়। অদ্য দশ, আর তিনদিন পরে দশ, এবং অবশিষ্ট দশও এইরূপ। তৎপরে সাহেব কুর্মির প্রতি কহিলেন "কেমন টোপ [illegible]" সে কহিল "দোহাই সাহেব আমায় ফাঁসী দাও আর যন্ত্রণা দিও না আমি প্রাণ গেলেও উহা [illegible] না"। সাহেব কহিলেন আঃ তাকে লে যাও জেলমে লে যাও। সে দিন এই অবধি।

দুর্ঘটনা।

সম্প্রতি আফ্রিকা কানলা নামক স্থানের মধ্যে অগ্নি লাগিয়া অনেকের অসম্ভব অপচয় হইয়া গিয়াছে। শুনা গেল এক জন মহাজনের প্রায় এক লক্ষ টাকার দ্রব্য নষ্ট হইয়াছে; এইরূপে অনেকেরই বিস্তর ক্ষতি হইয়াছে। এমন কি এই উৎপাতে [illegible] অনেক [illegible] মত বাণিজ্য [illegible] পুড়িয়া গিয়াছে অতএব [illegible] বিষয় বলিতে হইবে। আহ্লাদের বিষয় এই একবারে একটীও প্রাণি হানি হয় নাই।

ফৌজদারী।

সম্প্রতি জিলা বর্দ্ধমান থানা মঙ্গলকোটের অন্তর্গত "[illegible]" নামক গ্রামে একটি বিলক্ষণ ফৌজদারী কাণ্ড হইয়াছে তদ্বৃত্তান্ত এই:—

ঐ গ্রামের জমীদার [illegible] নিবাসী শ্রীযুক্ত নীলকমল [illegible] তত্রত্য লোকের [illegible] প্রজা শাসনে অক্ষম হইয়া থানার দারোগার [illegible] প্রার্থনা করেন তদনুসারে তথাকার দারোগা থানার একজন বরকন্দাজকে পাঠাইয়া দেন। প্রজারা সকলে মিলিত হইয়া উহাকে বিলক্ষণ উত্তম মধ্যম দিয়া বিদায় করে। সে থানায় আসিয়া সবিশেষ সমস্ত বৃত্তান্ত দারোগাকে অবগত করিলে দারোগা স্বয়ং [illegible] জন সমভিব্যাহারে ঘেনোর অভিমুখে [illegible] এদিকে দুষ্টেরা বিলক্ষণ দলবল সহকারে দারোগার প্রতি আক্রমণোদ্যোগী হইয়া [illegible] দারোগাকে অনেক ধুমধাম করিয়া এক দিকে [illegible] থাকে হইতে দেয়ন [illegible]

অমনি প্রস্তুত [illegible] তাঁহার মস্তকের উপর পড়িয়া বিলক্ষণ প্রহার করিল এবং দারোগাকে প্রাণে না মারিয়া কতকগুলা গালাগালি দিয়া বিদায় করিল। দারোগাও অমনি প্রাণের থানায় আসিয়া উপস্থিত হইয়া ডিপুটীমাজিষ্ট্রেট, মাজিষ্ট্রেট ও পুলিস সুপরিন্টেণ্ডেণ্টের স্থানে এক এক খানি রিপোর্ট করিলেন। সম্প্রতি কালনার ডেপুটিবাবু আসিয়া অনেক লোককে বন্দী করিয়া লইয়া গিয়াছেন একথেকি কত বলা যায় না। [illegible] এরূপ অশাসিত স্থানে অনেক আছে।

এই লেখকের পত্রখানিতে চারিটি বিষয় লিখিত ছিল। তাহার একটি বিষয় কোন ব্যক্তির অমূলক [illegible] বিবাদে [illegible] থাকাতে প্রকাশ করা গেল না। সম্পাদক।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদকেষু।

বাঙ্গালা দেশের দক্ষিণ পশ্চিম বিভাগের বিদ্যালয় সমূহের ইনস্পেক্টর শ্রীযুক্ত হেনরি উড্রো সাহেব মহোদয় অত্র নগরে শুভাগমন করিয়া প্রায় সপ্তাহ অবস্থান করিয়া গিয়াছেন। ইংরাজী বাঙ্গালা উভয় বিদ্যালয়ের ছাত্রগণের পরীক্ষা গ্রহণ করিয়া তিনি পরিতোষ প্রাপ্ত হইয়াছেন। সংবাদপত্রেই কেবল আমরা তাঁহার গুণগ্রাম পাঠ করিয়াছিলাম কখন নয়নগোচর করি নাই। দর্শনেন্দ্রিয়ের চরিতার্থতা লাভ করি নাই, এবার তাহা সম্পূর্ণ হইয়াছে। তিনি ২৮এ [illegible] যামিনী ৮ ঘটিকার সময় গবর্ণমেণ্ট ইংরাজী বিদ্যালয় গৃহে এক অদ্ভুত ব্যাপার প্রদর্শন করিয়া গিয়াছেন, তাহা আমরা কখন কি বিস্মৃত হইতে পারিব। ঐ যামিনীতে তিনি [illegible] সম্ভ্রান্ত ব্যক্তির সমক্ষে [illegible] কল্পিত মূর্ত্তি প্রদর্শন করিয়া সকলকে মোহিত করিয়া গিয়াছেন। বিদ্যালয়স্থ ছাত্রগণও বঞ্চিত ছিলেন না। সাহেব মহোদয় প্রত্যেক মূর্ত্তির যে ব্যাখ্যা করিয়াছিলেন, তদ্ভাবে তাহা প্রায় সকলেরই প্রতীতিগোচর হয় নাই কারণ অবিদ্যার ইংরাজি বিদ্যালয়ের উচ্চতম চারি শ্রেণীর ছাত্র এবং নগরস্থ বিদ্যানুরাগি মহাশয়দিগকে আহ্বান করিয়া পৃথিবী ও গ্রহ নক্ষত্র গণের গতি, চন্দ্র সূর্য্য গ্রহণ ও [illegible] প্রভৃতি [illegible] চিত্রিত মূর্ত্তি প্রদর্শন পূর্ব্বক বিস্তারিত রূপে তাহার কারণ ব্যাখ্যা করিয়াছেন। তিনি অতিশয় পরিশ্রম শীল ও অবিরক্ত চিত্ত, সংক্ষেপতঃ ইন্‌স্পেক্টর গণের যে যে গুণ থাকা উচিত তাহা মহাত্মা উড্রোতে বিদ্যমান আছে।

গতকল্য রবিবার নববর্ষাগমন উপলক্ষে অত্রত্য ব্রাহ্মগণ সন্ধ্যার পর সমাজ গৃহে একত্রিত হইয়া নিয়মিত রূপে পরব্রহ্মের উপাসনা করেন। উপাসনা শেষ হইলে উপাচার্য্য শ্রীযুক্ত ভোলানাথ চক্রবর্ত্তী মহাশয় একটি বক্তৃতা পাঠ করিলেন। বক্তৃতাটি অতিসুন্দর ও শ্রোতৃগণের শ্রবণসুখকর হইয়াছিল। চক্রবর্ত্তী মহাশয় আমাদের সর্ব্বতোভাবে ধন্য বাদ ভাজন। তিনি ইংরাজি বিদ্যালয়ের প্রধান পণ্ডিতের পদে যত দিন অধিষ্ঠিত হইয়াছেন, ততদিন তিনি এই সভার উপাচার্য্য পদ অবৈতনিক রূপে গ্রহণ করিয়াছেন। সভ্য তাহাতে তাঁহার নিকট কৃতজ্ঞতা পাশে বদ্ধ আছেন। তাঁহার বক্তৃতা শেষ হইলে গবর্ণমেণ্ট ইংরাজি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবু রাজনারায়ণ বসু মহোদয় সমাগত ব্যক্তিগণকে [illegible] হইয়া একটি বক্তৃতা করিলেন। রাজনারায়ণ বাবুর নাম শ্রবণ করিলে, এখানকার ব্রাহ্মধর্ম্মাবলম্বীদিগের অন্তঃকরণে অকৃত্রিম ভক্তি ভাবের আবির্ভাব হইয়া থাকে। ফলতঃ তাঁহার যত্ন ও চেষ্টায় অতি অল্পদিন মধ্যে মেদিনীপুরে ব্রাহ্মধর্ম্মের অতি বিস্তৃত সভ্যতায় সঞ্চার হইয়াছে। সভার কার্য্য সমাধা হইলে যুবক ব্রাহ্মগণ বসু মহোদয়ের বাটীতে একত্রিত হইয়া ভোজন সমাপন করতঃ হৃষ্টচিত্তে স্ব স্ব গৃহে গমন করিলেন। এই সকল লক্ষণ দেখিয়া আমাদিগের মনে [illegible] উন্নতির আশা সঞ্চারিত হইতেছে।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয়

মহাশয়। আমরা শুনিতেছি [illegible] গবর্ণমেণ্টের দোষানুসন্ধান করিবার [illegible] বিষয়ে তাঁহার [illegible] কিছু [illegible] পারিবে না। কিন্তু সম্প্রতি সোমপ্রকাশে [illegible] কারীর কখানি পত্র, তৎপরে [illegible] আর একখানি পত্র দেখিয়া আমার [illegible] দূর হইয়াছে, সুতরাং কাঁদির ডেপুটী বাবুর কিঞ্চিৎ গুণানুকীর্ত্তন নাকরিয়া থাকিতে পারিলাম না। [illegible] যেরূপ ঈশ্বরের [illegible] কীর্ত্তন করিতে লোক অক্ষমতা প্রযুক্ত [illegible] লজ্জিত হন, সেইরূপ ইহাঁর যত গুণকীর্ত্তন করা যাউক না কেন তথাপি [illegible] লজ্জিত হইতে হয়। [illegible] ইনি [illegible] সদ্বিচারক তেমনি ন্যায় পরায়ণ, তেমনি [illegible] তেমনি অপক্ষপাতী [illegible] সকল গুণের পুরস্কার প্রদান করেন তাহা হইলে ইনি যে পুরস্কারপ্রাপ্য তাহাতে আর সন্দেহ নাই। ইহাঁর কাছারির কার্য্য, আমলা লোকদিগের [illegible] ব্যবহার ও সদ্বিচারের বিষয় লিখিতে গেলে অতিশয় বিস্তার [illegible] কান্দি নামক গ্রামে আসিয়া, যে [illegible] বিচার নিষ্পত্তি করিয়াছেন কেবল [illegible] বিবরণ লিখিতেছি।

মহাশয়। এই গ্রামের কতকগুলি [illegible] প্রজার সহিত অসদ্ব্যবহার [illegible] বাদ হয়। [illegible] ডেপুটী বাবু [illegible] বিবাদ নিষ্পত্তি করিতে আসি [illegible] বিবাদী [illegible] নাকাল হওয়াতেই ডেপুটী [illegible] হইয়া উঠিল পরদিবস [illegible] লোকেরা [illegible] বিমোহিত হইল [illegible] সকলেই জয় হইল। যাহার দিগের [illegible] জুটে না, তাহারা বড়লোকের সহিত [illegible] তাহারা [illegible] ডেপুটী বাবুর আরএকটী বুদ্ধিমত্তার [illegible] লিখিয়া ক্ষান্তহইতে পারিলাম না। [illegible] মোক্তারেরা সাহেবের [illegible] পারি মহাশয় তাহা [illegible] বিচার নিষ্পত্তি করিলেন। [illegible] আর লিখিতে পারিলাম না।

এই সকল [illegible] মুদ্রাকর [illegible] মোক্তার [illegible] প্রাপ্ত হইয়াছি।

সোমপ্রকাশ

" প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং

২য় ভাগ
সংখ্যা

সন ১২৬৯। ১৬ বৈশাখ। ইং ১৮৬২।২৮ এপ্রেল

মাসিক মূল্য ১ টাকা।
বার্ষিক অগ্রিম ১০ টাকা।

বিজ্ঞাপ

—•*•—

সোমপ্রকাশ গ্রাহকগণের প্রতি।

চৈত্র মাস অতীত হওয়াতে অনেকের
এবং সোমপ্রকাশের মূল্যকাল অতীত হই-
য়াছে, অতএব তাঁহাদিগকে বিনয় পূর্ব্বক
জানান যাইতেছে, তাঁহারা অনুগ্রহ পূর্ব্বক
ত্বরা করিয়া আগামি বর্ষের অগ্রিম মূল্য প্রে
রণ করেন।

—••—

বিজ্ঞাপন।

সোমপ্রকাশের স্থান পরিবর্ত্ত।

সোমপ্রকাশ যন্ত্র এতদিন যে স্থানে ছিল,
বৈশাখ মাসের ১ লা অবধি তাহা পরিত্যাগ
করা হইয়াছে, অতঃপর আমাদিগকে প-
ত্রাদি লিখিতে হইলে আপাততঃ কলিকাতা
সংস্কৃত যন্ত্রে লিখিতে হইবে। পরে আমরা
...ন নিরূপণ করিয়া লিখিব।

বিজ্ঞাপন।

সর্ব্ব সাধারণকে জ্ঞাত করা যাইতেছে
... আমার দপ্তরে অর্থাৎ কর্ম্ম লয়ে এক জন
... নবিশ ৩০ টাকা মাসিক বেতনে দরকার
হইয়াছে যে কেহ উহার নিমিত্ত উমেদার হই-
বেন সেহ আপন প্রতিষ্ঠা পত্র ও নক্কার
মূনা সম্বলিত দরখাস্ত আমাকে পাঠাইবে,
...হা ছুটে যেমত হুকুম হয় পশ্চাৎ জ্ঞাত করা
হইবেক।

...ওলপিণ্ডী } চাউনস একজিকিউটিভ ইঞ্জি-
...মার্চ্চ ১৮৬২ } নিয়ার রাওলপিণ্ডী ডিভিজন
ষ্টেট।

বিজ্ঞাপন।

শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও শ্রীযুক্ত
দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্ত্তি দ্বিতীয়বার
প্রস্তুত করা হইয়াছে। ইহার প্রত্যেক খণ্ডের
মূল্য এক টাকা। সংস্কৃত যন্ত্রে ও মিসনরোর
নীচে ৮ নং গৃহে তত্ত্ব করিলে পাইবেন।

এন, সি, ঘোষ কোম্পানি।

সোমপ্রকাশ।

১৭ ই বৈশাখ।

পত্র প্রেরকের প্রতি।

মাণ্ডরার পত্র অতি অসারের মত লি
খিত হইয়াছে এই হেতু উপেক্ষিত হইল।
কাশ্মীর পত্র প্রেরক মুরসিদাবাদের শিক্ষা
সংক্রান্ত ডেপুটি ইনস্পেকটরের অসঙ্গত
নিন্দা করিয়াছেন বলিয়া তাঁহার পত্র আ
দৃত ও প্রকটিত হইল না।

—•—

লার্ড এলগিন্ ও লাণ্ড
হোলডার্স সভা।

কেহ বলেন লার্ড এলগিন গোঁয়ার
ও একগুঁয়ে; কেহ বলেন, তিনি অতিশয়
ধূর্ত্ত, ডেলহৌসির দলের ন্যায় তাঁহার
বিলক্ষণ চতুরতা আইসে; কেহ কেহ
অনুমান করেন, তিনি স্বজাতিপক্ষপাতী।
কিন্তু তাঁহার পূর্ব্ব পূর্ব্ব কার্য্য তাঁহার চরি
ত্রের এরূপ পরিচয় দেয় না। বাক্য ও
কার্য্য দ্বারাই লোকের স্বভাব ও চরিত্রের
পরিচয় হইয়া থাকে। তিনি দুই বার সর্ব্ব
ময় ক্ষমতা প্রাপ্ত হইয়া চীনদেশের যুদ্ধে
গমন করেন, দুই বারই তিনি স্বজাতির
গৌরব রক্ষা করিয়া সন্ধি করিয়া আই

সেন। তিনি যদি লার্ড ডেলহৌসির
দের লোক হইতেন, আমরা এত দি...
চীনদিগকে স্বাধীন দেখিতে পাইতাম না।
তিনি যে স্বজাতির প্রতি পক্ষপাত দো...
অন্ধ নহেন, লাণ্ড হোলডার্স সভার প্রদ...
অভিনন্দন পত্রের প্রত্যুত্তর দানই তা...
কহিয়া দিতেছে। তিনি প্রত্যুত্তর দা...
কালে এই কথা বলেন।

" আমি ভিন্ন ভিন্ন জাতি পূর্ণদেশে ...
বস্থিতি করিতেছি, আপনারা মনে কর...
তেছেন, ভারতবর্ষে যে নানা জাতি ...
ছেন আমি তাঁহাদিগের পরস্পরের মত...
সঞ্চার করিয়া দিতে সমর্থ হইব; কি...
এ স্থলে আমার বক্তব্য এই, গবর্ণমে...
এ বিষয়ে অল্পই করিতে পারেন। গব...
মেণ্টের কর্ত্তব্য কর্ম্ম এই যে যথার্থ ন্যা...
কার্য্য করিয়া জাতি, বর্ণ ও ধর্ম্ম ভেদ ...
করিয়া ইংলণ্ডেশ্বরীর সমুদায় শ্রেণির প্রজ...
র তুল্যরূপে সুখবৃদ্ধির চেষ্টা করেন; এ...
যে স্থলে পরস্পরের স্বত্ব ও অধিকার ...
ইয়া বিবাদ হয়, বিনা পক্ষপাতে তাহার মী...
মাংসা করেন। অপর, ইংরাজেরা এদেশে...
যে সভ্যতা প্রবর্ত্তিত করিতেছেন, তাহ...
এতদ্দেশীয়েরা মঙ্গলের বিষয় জ্ঞান কর...
বেন কি না, ইংরাজেরা এদেশীয় দ্রব্যাদি...
উৎপাদন বিষয়ে যে চেষ্টা করিতেছেন...
তাহা এ দেশের লোকেরা উপকারের হেতু...
বলিয়া বিবেচনা করিবেন কি না এবং
এতদ্দেশীয়দিগের ধর্ম্ম অব্যাহত থাকিবে কি...
না, এই বিষয় গুলি ভারতবর্ষ/হত ইংরাজ...

দিগের কা...র উপরে প্রধানরূপে নির্ভর করিতেছে।

লার্ড কানিঙ চলিয়া গেলেন, লার্ড এলগিন তৎপদে প্রতিষ্ঠিত হইলেন। গবর্ণর পরিবর্ত্ত সহকারে পূর্ব্ব গবর্ণরের অবলম্বিত রাজনীতিও পরিবর্ত্তিত হইবে, অনেকে এইরূপ আশঙ্কা করিয়াছিলেন, কিন্তু লার্ড এলগিনের উপরি লিখিত বাক্য দ্বারা সে আশঙ্কা এক প্রকার দূরীভূত হইতেছে, কার্য্যে যে ইহার ব্যতিক্রম ঘটিবে এরূপও বোধ হইতেছে না। যাহা হউক, শ্রীবৃদ্ধি কারিদিগকে এ অধিকারকালটাও কিঞ্চিৎ অসুখে ক্ষেপণ করিতে হইবে অসুখের কারণ এই, কার্য্যকালে জাতি ও বর্ণভেদ থাকিবে না, একথা শুনিলেই তাঁহাদিগের চিত্ত বিরস হয়। অথবা কেবল এই অধিকার বলিয়া কেন, ব্রিটিস গবর্ণমেণ্ট সভ্যতার যে উচ্চতর সোপানে অধিরূঢ় হইয়াছেন, তাহা হইতে যদি ভ্রষ্ট না হন, শ্রীবৃদ্ধিকারীরা জাতি ও বর্ণভেদ ঘটিত পক্ষপাত বার্ত্তা বড় শুনিতে পাইবেন না।

বিজ্ঞান শিক্ষায় উৎসাহ দায়িনী সভার আবশ্যকতা।

এই ভারতবর্ষে যৎকালে হিন্দুদিগের রাজত্ব ছিল, তৎকালে দর্শন বিজ্ঞানাদি বাঙ্ময়ীয় বিষয়েরই অনুশীলন হইয়াছিল। কি চিকিৎসা শাস্ত্র, কি গণিত শাস্ত্র, কি খগোল, কি ভূগোল সকল শাস্ত্রেরই অনুশীলন-সম্বাদ আমাদিগের শ্রুতিগোচর হইয়া থাকে, বহু বিষয়ের আবিষ্ক্রিয়াও হইয়াছিল। ভাস্করাচার্য্য পৃথিবীর স্বনো অবস্থান নিরূপণ করেন এবং গ্রহ নক্ষত্রাদি দর্শন করিবার নিমিত্ত দূরবীক্ষণ যন্ত্রেরও সৃষ্টি করিয়াছিলেন। এরূপও অনেক বিষয় আছে যে ইউরোপীয়েরা সেই সেই বিষয় ভারতবর্ষ হইতে গ্রহণ করিয়া আবিষ্ক্রিয়া ক্লেশ হইতে মুক্ত হইয়াছেন; কিন্তু ভারতবর্ষের পরাধীনতা প্রভৃতি কয়েকটী দোষ নিবন্ধন সকল বিষয় সম্পূর্ণতা ও উৎকর্ষের পরমা সীমা প্রাপ্ত হয় নাই। যাহা হউক, আমাদিগের ক্ষোভের বিষয় এই, আমাদিগের পূর্ব্ব পুরুষেরা যে সকল বিষয়ের আবিষ্ক্রিয়া ও উদ্ভাবন করিয়া গিয়াছেন, আমাদিগের দ্বারা তাহার শ্রীবৃদ্ধি না হইয়া ক্রমশঃ তাহার বিলোপ হইতেছে। অধিকতর ক্ষোভের বিষয় এই, ইউরোপীয়েরা যে আবিষ্ক্রিয়া করিয়াছেন ও করিতেছেন, তদ্দ্বারাও আমরা সেই স্থান তা পূরণ করিতে পারিলাম না।

এ স্থলে অনেকে জিজ্ঞাসা করিতে পারেন, আমাদিগের দর্শন বিজ্ঞানাদি সংক্রান্ত শ্রীবৃদ্ধি লাভের কি কোন উপায় নাই উত্তর—উপায় আছে। দুই শতাব্দী পূর্ব্বে ইংলণ্ডে বিজ্ঞান শাস্ত্রের সমধিক শ্রীবৃদ্ধি ছিল না। দ্বিতীয় চারল্‌সের সময়ে রয়াল সোসাইটি সভা সংস্থাপিত হয়, তদবধি বিজ্ঞান শাস্ত্র বিদ্যুৎবেগে শ্রীবৃদ্ধি লাভ করিতেছে। রয়াল সোসাইটির যত্নে অশ্রুতপূর্ব্ব ও অদৃষ্টচর দেশ সকল আবিষ্কৃত হইয়াছে; অশ্রুতপূর্ব্ব বস্তু সকলের আবিষ্ক্রিয়া ও সৃষ্টি হইয়াছে; এবং অসাধারণ গুণ সম্পন্ন ব্যক্তিরা নিজ নিজ বুদ্ধি ও বিদ্যাবলে স্বদেশের সম্যক উন্নতি সাধন করিয়াছেন। ডাক্তর লার্ডনার, কাপ্তেন কেটর, সর জোসেফ ব্যাঙ্কস, সর জন ফ্রাঙ্কলিন প্রভৃতির নিকটে ভূগোল ও বিজ্ঞান কি পর্য্যন্ত না ঋণগ্রস্ত আছেন? আমরা স্পষ্টাক্ষরে নির্দ্দেশ করিতে পারি যদি রয়াল সোসাইটির সৃষ্টি না হইত, তাহা হইলে কি পৃথিবী উল্লিখিত পণ্ডিতগণকে প্রসব করিয়া কৃতার্থ হইতেন ভারতবর্ষের পূর্ব্বতন সন্তানগণ দর্শন বিজ্ঞানাদি বিষয়ে যে বুৎপত্তি লাভ করিয়াছিলেন, উর্দ্ধতন রাজগণের উৎসাহ দান কি তাহার কারণ নহে? রয়াল সোসাইটির ন্যায় ভারতবর্ষে কি একটি সভা করিবার কাল উপস্থিত হয় নাই? কি সেনা দল কি রেলওয়ে কি চিকিৎসা ডিপার্টমেণ অনুসন্ধান করিলে সর্ব্বত্রই উপযুক্ত লো মিলিতে পারে। তাহাদিগকে যদি যথে চিত উৎসাহ দেওয়া হয়, এদেশে বিজ্ঞা নের শ্রীবৃদ্ধি হইবে সন্দেহ নাই। রসায় বিদ্যা, পদার্থ বিদ্যা, ভূতত্ত্ব বিদ্যা অনুশী নের স্থান ভারতবর্ষ অপেক্ষা উৎকৃষ্ট দৃ হয় না। হিমালয়, বিন্ধ্যগিরি প্রভৃতি পর্ব্বতে যে কত অদ্ভুত পদার্থ আছে তাহার নির্ণ নাই। আমাদিগের দেশের লোকেরা যদি উৎসাহ পান, ঐ সকল স্থানে কায়মনো বাক্যে আবিষ্ক্রিয়া কার্য্যে ব্যাপৃত হইবে সন্দেহ নাই। ডিলীর রামজী রঘুনাথ কা ফুলসের যে নূতন প্রণালী বাহির করিয় ছেন, ডিমরগান প্রভৃতি পণ্ডিতেরা তাহা ভূরি প্রশংসা করিয়াছেন।

আমরা গবর্ণমেণ্টকে এই সকল কা পে অনুরোধ করিতেছি ইংলণ্ডীয় রয়া সোসাইটীর ন্যায় এখানে একটি সভা স্থাপন করুন। সভা আপাততঃ চিত্রশ লি অথবা ভারতবর্ষীয় সভাগৃহে অধিবেশন রিবেন। পরে বিশ্ববিদ্যালয়ের বাটী প্রস্তু হইলে তথায় যাইবেন। এতৎ সংক্রান্ত দু ধন বরিয়া তাহা হইতে যদি উৎসাহ দ করা হয়, আমরা শীঘ্র বিজ্ঞানের সবিশে শ্রীবৃদ্ধি দর্শন করিব সন্দেহ নাই।

১৮৬৩ অব্দের বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বাঙ্গলা পুস্তক।

একের রাজত্ব গিয়া অপরের রাজ হইলে কিয়ৎকাল প্রায় সমুদায় বিষয়ে বিশৃঙ্খলা ঘটে। এরূপ হইবার বিশি কারণ আছে। যিনি বহু দিনে লব্ধপ্রতি হইয়া রাজ্যের অবস্থা বাহুল্যরূপে অব হন, তিনি চলিয়া যান, আর রাজ্যের স্থানবর্ত্তিজ্ঞ ব্যক্তি, আগমন করেন। আ দিগের বাঙ্গলা ভাষা বিষয়ে ঐ ঘট ঘটিয়াছে। বহু কালের লব্ধপ্রতিষ্ঠ স

ভাষা বিলুপ্ত প্রায় হইয়াছে, বাঙ্গলা ভাষা ক্রমশঃ তাহার অধিকার হরণ করি তেছে। এবম্বিধ সময়ে বিশৃঙ্খলা ঘটা অস ম্ভাবিত নহে। এখন যে ব্যক্তি যা মনে ক রিতেছেন, তাহাই বাঙ্গলাতে লিখিতে ছেন। এক্ষণে বাঙ্গলার যেরূপ অবস্থা, সং স্কৃত জ্ঞান ব্যতিরেকে এ ভাষায় গ্রন্থ প্রণয়ন করে থাকুক, ইহাতে সম্যক্রূপে ব্যুৎ পত্তি লাভেরও সম্ভাবনা নাই। কিন্তু বিস্ম য়ের বিষয় এই, যাহারা কখন সংস্কৃত স্পর্শ করে নাই তাহাদিগকে বাঙ্গলা ভা ষায় গ্রন্থ রচনা করিতে অগ্রসর দেখিতে পাওয়া যায়। না আছে তাহাদিগের রচ নায় লালিত্য, না আছে ভাষা তাহাদিগের দেশে, না আছে ভাব বিশুদ্ধি, তাদৃশ বা ক্তির গ্রন্থকর্ত্তৃত্বযশোলাভে বাঙ্গলা বিকৃ ত না সন্দেহ নাই।

গ্রন্থ প্রণয়ন বিষয়ে যেরূপ যথেচ্ছাচা রিতা দৃষ্ট হইতেছে, উৎসাহদাতারাও তে মনি উৎসাহ দান বিষয়ে স্বেচ্ছাচারিতা প্রদর্শন করিতেছেন। অনেকে বাঙ্গলার রসজ্ঞ নহেন। তাঁহারা সময়ে সময়ে অ যোগ্য পাত্রের উৎসাহ বর্দ্ধন করিয়া থাকেন, কিন্তু যোগ্য পাত্রের তাঁহাদিগের অনাদরভুক্ত হইয়া ভগ্নোৎসাহ হইতে ছেন। অযোগ্যের উৎসাহ ও যোগ্যের অনুৎসাহ উভয়ই অনিষ্টের হেতু। অন্যের কথা ত অনেক দূরে আছে; রাজপুরুষে রাও উল্লিখিত ব্যবহারে পরাঙ্মুখ নহেন। তাঁহারা বাঙ্গলা ভাষায় অনভিজ্ঞ; সুতরাং তাঁহাদিগের তাদৃশ ঘটনা বিস্ময়াবহ নহে। উল্লিখিত যথেচ্ছাচারী গ্রন্থপ্রণয়নকারিদি গের দুষ্প্রবৃত্তি নিবারণ করিতে পারেন এরূপ গুণদোষজ্ঞ ব্যক্তিও বিরল। ১৮৬ অব্দের বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বাঙ্গলাপুস্তকই অদ্য আমাদিগের এই প্রস্তাবের অবতারণা করিয়াছে। আমরা ঐ গ্রন্থের দুটী স্থান উদ্ধৃত করিয়া দি লাম; পাঠকগণ দেখুন কেমন সুন্দর গ্রন্থ খানি মনোনীত করা হইয়াছে।

আমোদ প্রমোদ যাহাদের এই ধারা।
বর্ত্তাবেতে অবশ্য উত্তর নাই তারা॥
যাহারা নাহিক ধারে সভ্যতার ধার।
শিক্ষাপুত্রে দুইজনে সমান পোঁয়ার॥
কাহারে বক্তৃতা বলে কাহারে প্রণয়।
কঠিন হৃদয় লোকে অবগত নয়.
সভ্য লোক যারা তারা কোমল প্রকৃতি।
জাঙ্গলিক যারা তাহাদের অন্য রীতি॥
অসুর্ব্বরা হয় যদি আপনার দেশ।
তবু কৃষকের তায় আনন্দ বিশেষ॥
ভোগবিলাসের বাঞ্ছা মনে বড় নাই।
তাহাতেই তুষ্ট যাহা ঘরে বসে পাই
ইন্দ্রিয়জনিত সুখ কভু নাহি জানে।
অভাবে না পায় কিছু সুখি তাহে মনে॥

ধরাতলে তুরস্ক এবং পারস্য দেশীয় প্র ধান লোকেরা সর্ব্ব জাতির অপেক্ষা সুপুরুষ বলিয়া বিখ্যাত, তদ্ধেতু এই যে তদ্দেশীয় উক্ত পদবীস্থ জনগণ চিরকাল এবং সর্কেশীয়া দেশজাত সুপ্রসিদ্ধ রূপীয়সীদিগকে অর্থ দ্বারা ক্রয় করিয়া বিবাহ করে, কিন্তু যদ্যপি ইউ- রোপ খণ্ডের প্রথানুসারে ঐ ললনাগণের স্বা- ধীনতা সুখ থাকিত, তবে উক্ত দেশীয় প্র ধান বংশীয়েরা যেরূপ রূপবান বলিয়া বি- খ্যাত, সেইরূপ বলবান ও বুদ্ধিমান রূপে অগ্রগণ্য হইত সন্দেহ নাই। অতএব এস্থলে ইহাও বিজ্ঞাপ্য, যে বাঙ্গালা দেশে সুশ্রীশালি- নী কামিনীমাত্র পরিগ্রহ করিলেই যে কোন ব্যক্তির সুসন্তান লাভ হইবেক এমত প্রত্যাশা করা উচিত নহে। এতদ্দেশীয় স্ত্রীলোকদিগের কারাবরোধ বিমোচন না হইলে এবং তাহারা সীতা, সাবিত্রী, কাঞ্চী এবং দ্রৌপদী প্রভৃ- তির ন্যায় সমাদৃত ও সুশিক্ষিত না হইলে তাহাদিগের গর্ভে সাহসসম্পন্ন বলবান সন্তা- নগণের আবির্ভাব কখন সম্ভব।

গ্রন্থকারেরা কথা লিখিতে জানেন না, কেবল এই মাত্র অপকার নয়, মূল বাক্যেও ভ্রম জন্মিয়াছে। স্ত্রীলোক সুশি ক্ষিত না হইলে যদি সাহসবান সন্তান না জন্মিত, তাহা হইলে প্রাচীন কালের স্পার্টা নগরের রমণীগণ বীরপ্রসূ হইতেন না। অপর কৃষকেরা কি ইন্দ্রিয়জনিত সুখ ভোগ করে না? এখানে ইন্দ্রিয়জনিত সুখ শব্দের অর্থ কি? ফলতঃ শিক্ষা সং ক্রান্ত কার্য্যের অধ্যক্ষেরা এই প্রতিজ্ঞা ক- রিয়াছেন, গবর্ণমেন্টের ব্যয় করাইবেন; কিন্তু প্রজার কিছু হইতে দিবেন না। এ স্বের বিষয়েই কেবল তাঁহাদিগের এই রীতি লক্ষিত হয় না; স্থানে স্থানে শিক্ষ কের ও অধ্যক্ষের বিষয়েও এই রীতি দৃষ্ট হইয়া থাকে।

—•••—

প্রাপ্ত।

নূতন কাব্য।

পারস্য দেশীয় মহাকবি হাফেজ যতদিন জীবিত ছিলেন, ততদিন রাজা, আমীর, মন্ত্রী সেনাপতি প্রভৃতি সকলেই তাঁহার লেখনীকে অতিশয় ভয় করিতেন। এই সময়ে সিরাজের নিকট বর্ত্তি কোন স্থানে কয়েকজন যুবক বসিয়া খেজুর খাইয়া তাহার আটী এক জন উষ্ট্র চা লকের গাত্রে নিক্ষেপ করাতে সে বলিল " তোমরা আমাকে অপমান করিলে, অত এব আমি নাটী যাইয়াই তোমাদিগের নামে কবিতা লিখি।" সবিষ হইয়া কাব্য লিখিতে সাহস। যুবকের হস্তিরূপ ধারণ করিবার ইঙ্গি অনল হইতার বাধা সন্দেহ নাই। যাহা হউক সে ব্যক্তি অপমানিত হইয়া হাফেজ হইতে চাহিয়াছিল, তন্নিমিত্ত তাহার সেই বাক্য লো কের না হইয়া গল্পেরই হইয়াছে. কিন্তু হরক লী মজুমদার কি দুঃখে অনঙ্গ বিলাস লিখিয়া তারতচন্দ্র হইতে চাহিয়াছেন? উষ্ট্র চালকের ন্যায় তাঁহাকে কোন অপমান সহ্য করিতে হয় নাই। তবে কি তিনি নিজে কোন বিদ্যা সুন্দর হইবার আশয়ে এ কার্য্য করিয়াছেন তিনি যে জীবিকার জন্য এরূপ কার্য্যে প্রবৃত্ত হইয়াছেন, একথা বলা যাইতে পারে না. কে ধনীকে উপজীব্য করিয়া চলেন এরূপ লো ভারতবর্ষে বিরল। বিশেষতঃ আজিও কাম দলের সমাজের তাদৃশ অবস্থা হয় নাই। আম এই ক্ষুদ্র জঘন্য পুস্তক খানি মুদ্রিত করিলা কারণ বুঝিতে পারিতেছি না। যাহা হউ এবম্বিধ জঘন্য পুস্তক প্রচার বন্ধ হয়, ইহা নিতান্ত প্রার্থনীয় হইয়াছে।

বাক সাতভাইয়া নির্দ্দিগ সীপুর এ.

প্রায় নয়নগোচর হয় না। ভারতচন্দ্র বঙ্গদেশের প্রধান কবি বলিয়া পরিগণিত হইয়া থাকেন। কবিত্ব অংশে তাঁহার যে প্রাধান্য আছে, তদ্বিষয়ে অণুমাত্র সন্দেহ নাই। কিন্তু তৎপ্রণীত কাব্য আদিরস দূষিত বলিয়া ইদানীন্তন কালে সম্যক্ ফলোপধায়ী হইতেছে না। তাঁহা হইতে এদেশের একটী মহৎ অনিষ্ট ঘটিয়াছে। তাঁহার দৃষ্টান্তের অনুসরণ করিয়াই যে সে মূর্খ কথঞ্চিৎ চৌপদী অক্ষর একত্র করিয়া কাব্য লিখিতে সতৃষ্ণ হইয়া থাকে। ঈশ্বরচন্দ্র গুপ্ত এই অনিষ্টকারিতার বিষয়ে ভারতচন্দ্রের সবিশেষ সহায়তা করিয়াছেন। সামান্য বিষয়ক পদ্য রচনাতেই ঈশ্বরচন্দ্রের বিলক্ষণ কবিত্ব শক্তি ছিল। কিন্তু যথার্থ বিষয়ে তাঁহার কবিত্ব শক্তি দুর্ব্বলপক্ষ চটক পক্ষির ন্যায় দূর গমনে নিতান্ত অসমর্থ ছিল। আদিরসঘটিত বর্ণনা বিষয়ে ভারতচন্দ্রের ন্যায় তিনিও অসাধারণ কবিত্ব শক্তি প্রদর্শন করিয়া গিয়াছেন। কিন্তু কোন্ ব্যক্তি একপে শৃঙ্গার রস পূর্ণ কাব্যে অনুমোদন করিবেন? সামান্য শারীরিক লাবণ্য দর্শন করিয়া মহামনা কোন্ ব্যক্তি মোহিত হইয়া থাকেন? সুন্দর পুরুষ নয়নগোচর হইলেই স্ত্রীলোক মাত্রের চিত্ত বিকার জন্মে, যে কবি এরূপ বর্ণনা করেন, তিনি মনুষ্য প্রকৃতির ও ধর্ম্ম নীতির মর্ম্মজ্ঞ নহেন। বিদ্যাসুন্দরের অন্তর্গত মালিনীর নিন্দা প্রকরণটী পাঠ করিলে কোন্ সহৃদয় ব্যক্তির মনে কবির প্রতি ঘৃণা না জন্মে? ফলতঃ ভারতচন্দ্রের কাব্যে স্ত্রীলোকের সতীত্ব ধর্ম্মের প্রতি অনাস্থা করা হইয়াছে। তাঁহার লেখা দেখিলে স্পষ্ট বোধ হয় তিনি এই ধর্ম্মের অস্তিত্বের প্রতি বিশ্বাস করিতেন না।

একণে প্রকৃত বিষয়ের অনুসরণ করা যাইতেছে। অনঙ্গ বিলাস বিদ্যাসুন্দরের [illegible] ছাঁচে। কাব্যের নায়িকা কখন কলঙ্কিত হন না। এই সংস্কার থাকাতে হরকালী বাবু সে কালের, পুরাতন ছাঁদাধরা বর্ণনা করিয়া তাঁহার

"কুরঙ্গ নিন্দিত আঁখি, গঞ্জিত খঞ্জন পাখি
তুল্য নাহি হয় ইন্দীবরে॥
নাসা জিনি তিল ফুল, শ্রুতি জিনি কর্ণ মূল,
রক্তাধার বিম্ব ওষ্ঠাধর।
মুক্তা জেরি বুঝি দন্ত, অন্তরে না হয় শান্ত
লাজে রহে জলধি ভিতর॥

মৃণাল জিনিয়া ভুজ ইত্যাদি" রূপে

কাব্যের নায়িকা অনঙ্গমোহিনীর রূপের কথা লিখিয়াছেন।

বিজয়রূপ রাজকুমার মৃগয়া করিতে আসিয়া সন্ধ্যার সময়ে এক সরোবরতীরে নিদ্রিত হইলেন। অনন্তর অনঙ্গ মোহিনী শিব পূজা (সন্ধ্যার সময়ে শিবপূজা!) করিতে আসিয়া তাঁহার রূপ দর্শনে মোহিত হইয়া হার ও অঙ্গুরীয় পরিবর্ত্ত করিয়া গৃহে গমন করিলে রাজকুমারের অঙ্গ-লিতে [illegible] উঠিল। তিনি তৎক্ষণাৎ জাগ্রৎ হইয়া অশ্বারোহণে এক দুরান্তিক নগরে গমন করিয়া একটী সরোবরতীরে মালিনীর সহিত সাক্ষাৎ করিলেন এবং তাহার বাটীতে প্রথম করিয়া কালীর বরে, মালিনীর যত্নে উভয়ের মিলন হইল। তৎপরে আমাদিগের ঊনবিংশ শতাব্দীর ভারতচন্দ্র বাসরের [illegible] বর্ণনা করিলেন। [illegible] দৈত্য নায়িকাকে হরণ করিয়া লইয়া গেল, শেষে বহু কষ্টে উভয়ের মিলন হইল, কাব্যেরও শেষ হইল। আমরা বর্ণনার কথা বলিতেছি না, তাহা যত জঘন্য হইতে পারে, হইয়াছে। পরিপাটীও সুগম নহে। সেই বিদ্যাবতী রাজকুমারী, সেই মালিনী, সেই কালীর বর সেই দৈবশক্তি ও সেই মিলন। মজুমদার কি মনে করেন, সর্ব্ব সাধারণে এই জঘন্য পুস্তক পাঠ করিয়া আমোদিত হইবেন। সকল প্রস্তর কি হীরক। কোন্ ব্যক্তি এই প্রকার বর্ণনায় আনন্দ সুখ অনুভব করিবেন?

নাবেতে বিজয়রূপ রাজার নন্দন
[illegible] গুণে সুবিখ্যাত নীতিজ্ঞ সুজন।
নীলপদ্ম সুলজ্জিত হেরিয়া নয়ন।
সৃষ্টি [illegible] বিধি কিবা সুলক্ষণ॥
[illegible] জিল রাজপুত্রে বাসা।
[illegible] প্রকৃত করিল বাসা যাথা॥

বিবিধ সংবাদ।

বোম্বাই গবর্ণমেণ্ট ঐ নগর হইতে করাচি পর্য্যন্ত ডাকের ইজারা দিবার বিজ্ঞাপন করিয়াছেন। বোম্বাইয়ের ডাক কমিসনরের ডাক আদায়ের জন্য, ইজারা দিলে সেই বিষয়ে আয়ও বৃদ্ধি হইবে।

অক্সা টভেন বাগানে পুনর্ব্বার আমোদ [illegible] হইবে। এবার টিকিট অল্প মূল্যে বিক্রীত হইতেছে।

[illegible] সাহেবের প্রাকুম্পুর [illegible] ধৃত হইয়াছেন। ঐ ব্যক্তি পঞ্জাবের অন্তঃপাতি গোমাই পরগণার তহশিলদার ছিলেন। তত্রত্য ডেপুটি কমিসনর খানসামা সাহেব [illegible] তাঁহার আত্মীয় সাহেব সাহেব লইয়া [illegible] পালাইতে স্ত্রীলোকের বেশ পরিয়া রাত্রি [illegible] হেবেক পলায়ন করিয়াছেন। রাও সাহেব বলিয়াছেন, তিনি পুরুষের ন্যায় কখন স্ত্রীলোক [illegible] বালকদিগের পোষণের জন্য [illegible] করেন নাই। [illegible] যথার্থ যুদ্ধধর্ম্মানুসারে যুদ্ধ করিয়াছেন [illegible] নানা সাহেবের পক্ষ থাকায় [illegible] আছে, তাহার ক্ষমা নাই।

[illegible] পণ্ডিত [illegible] সেনাদলের মধ্যে ওলাউঠা প্রবেশ করিয়াছে। তাহাদিগের যে সকল ব্যক্তি পুষ্কর [illegible] হইয়া আসিয়াছে তাহারাই এই রোগাক্রান্ত হইতেছে। [illegible] বনই ওলাউঠার আকর।

বোম্বাই নগরে মালবদেশীয় অহিফেনের মূল্য ক্রমশঃ বৃদ্ধি হইতেছে। গত সপ্তাহে [illegible] প্রতিবাক্স [illegible] টাকায় বিক্রীত হইয়াছে।

[illegible] সোসাইটি সভার [illegible] যেমন দিবসে বিদ্যালয় পরিদর্শন [illegible] সন্ধ্যার ঘটিত [illegible] পরিশুদ্ধ হয়।

[illegible] সম্পাদক বাক্লীর আলোর [illegible] সময়ে এই বলিয়া আক্ষেপ করিয়াছেন [illegible] রাত্রিতে আলো মলিন হইয়া [illegible] তিনি তন্নিমিত্ত গ্যাস কোম্পানিকে সতর্ক হইতে বলিয়াছেন। শেষ রাত্রিতে সকল আলোই [illegible] হয়। গ্যাস কোম্পানির দোষ কি?

মালটা দ্বীপে এক জন সম্ভ্রান্ত [illegible] পুরুষ শাম, বামন প্রভৃতি [illegible] ধৃত হইয়াছেন। সম্ভ্রান্ত লোকের এমন [illegible] বৃত্তি।

ফ্রেণ্ডশাইটের সম্পাদক বলেন দিরেটে [illegible] দক অন্ন হইতেছে। দুর্ভিক্ষের পর অবধি [illegible] পীড়া ও বাতের সবিশেষ প্রাদুর্ভাব হইয়াছে। সহস্র বার বলিলেও গবর্ণমেণ্ট ইংলণ্ডে [illegible]

নায় ভারতবর্ষে মিউনিসিপাল নিয়ম প্রচলিত করিবেন না।

দিল্লীগেজেট সম্পাদক বলেন আলাহা-বাদে অনেক জন কুচক্রী লোক চতুর্দ্দিকে অগ্নি দিতেছে। সম্প্রতি একজন সৈনিক এক ব্যক্তিকে শিবিরে অগ্নি দিতে দেখে, কিন্তু তাহাকে ধৃত করিতে পারে নাই। আলাহাবাদের সেনাপতি আজ্ঞা দিয়াছেন এতদ্দেশীয়েরা রাত্রিযোগে আলো লইয়া শিবিরের ভিতরে [illegible]।

এবৎসর উত্তরপশ্চিমাঞ্চলে প্রচুর শুল্ক [illegible] হইয়াছে। কাশী ও মিওনি [illegible] অল্প টাকা আদায় হইয়াছে।

[illegible] উত্তর বিভাগের [illegible] অধীন হইতেছে। [illegible] ও [illegible] নবাবই গবর্ণমেণ্টের [illegible] হইয়াছে।

সমাচারের সংবাদদাতা [illegible] আক্ষেপ করিয়াছেন। [illegible] যেখানে [illegible] সম্ভাবনা সেই খানেই ইংলিসম্যান ও [illegible] অনুচরগণের [illegible]।

[illegible] সম্পাদক তত্রত্য কালেজের [illegible] এক জন [illegible] চিকিৎসক নিযুক্ত করিবার [illegible] করিয়াছেন। তত্রত্য সিবিল সর্জ্জন [illegible] চিকিৎসা করিবেন বলিয়া প্রতি [illegible] টাকা পাইয়া থাকেন, কিন্তু তাহা [illegible] কোন ছাত্রেরই উপকার নাই। চাকরি করিতে গেলে উপরি [illegible] টাকাই উক্ত সিবিল সর্জ্জনের [illegible] লাভ।

[illegible] সম্পাদক তত্রত্য মাজিষ্ট্রেটের [illegible] এক [illegible] করিয়াছেন। [illegible] আইনের উল্লেখ [illegible] সাহেব বলিয়া [illegible] আইন [illegible] চৌকিদার [illegible] নাই।

[illegible] ইডেন [illegible] বিস্তর [illegible] পড়িয়াছে। অনেক লোক তথায় উপস্থিত ছিলেন। [illegible] ইহাতে প্রাণিহত্যা [illegible] সম্ভাবনা আছে। [illegible] প্রাণত্যাগ করিয়াছে, [illegible] প্রাণ-

ত্যাগ সম্ভাবনা আছে। এ আদেশ পরিত্যাগ করাই উচিত।

উত্তর পশ্চিমাঞ্চলে একটি নীলকর কোম্পানি হইয়াছেন। হেনলাও সাহেব প্রভৃতি কয়েকজন বদেশীয় নীলকর ও চা কর ইহার উদ্যোগী। দশ লক্ষ টাকা ইহাদিগের মূলধন। কোম্পানি মজুরে খাটাইয়া নীলবপন করিবেন। তাঁহারা স্থল বিশেষে রায়তী প্রথা অবলম্বন করিবেন। নীলকরেরা কি বুঝিয়াছেন বঙ্গদেশে আর নীল বপন করিবার চেষ্টা বিফল?

বোম্বাই স্যাটর্ডে রিবিউ পত্রে প্রকাশিত হইয়াছে মহারাজ সিন্ধিয়া বোম্বাই দর্শন করিবার ইচ্ছা পরিত্যাগ করিয়াছেন।

লক্ষ্ণৌনগরীর নবাব [illegible] (আলিনকির্খাঁর জাতা) কয়েকখানি পত্রে [illegible] জাল স্বাক্ষর করিয়া এই কথা লিখিয়াছিলেন যে বিদ্রোহের সময়ে নবাব গবর্ণমেণ্টের সহায়তা করিয়াছিলেন। অতএব পুরস্কার স্বরূপ তাঁহাকে বৃত্তি করিয়া দেওয়া হইবে। নবাবের ৫০, টাকা জরিমানা হইয়াছে। জালের এই দণ্ড কোন্ আইন অনুসারে হইল?

[illegible] ডেপুটি [illegible] ইনস্পেক্টর [illegible] ডাক্তর [illegible] নিজ পদ পরিত্যাগ করাতে ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট প্রকাশ্য রূপে গেজেটে তাঁহার প্রশংসা করিয়া তাঁহাকে [illegible] প্রদান ও তাঁহার পদত্যাগের জন্য দুঃখ প্রকাশ করিয়াছেন। উক্ত ডাক্তর ৪৫ বৎসর এদেশে [illegible] করেন। [illegible] যুদ্ধে তিনি আপনার [illegible] বিশেষ পরিচয় প্রদান করেন। ক্রমে প্রধান লোক সকল অবসৃত হইতেছেন, নূতন [illegible] সকলই নূতন হইতেছে।

আমরা শুনিয়া আহ্লাদিত হইলাম হুগলিতে একটি শাখা ভারতবর্ষীয় সভা হইয়াছে। তত্রত্য অনেক সম্ভ্রান্ত লোক তাহার সভ্য হইয়াছেন। কিন্তু আক্ষেপের বিষয় এই তথায় কৃতবিদ্যের সংখ্যা অপেক্ষাকৃত অল্প। যাহাতে কৃতবিদ্যের সংখ্যা অধিক হয়, সভ্যেরা যেন [illegible] বিষয়ে বিশেষ রূপে দৃষ্টি রাখেন। তাহার লোকদিগের বড় উৎসাহ হইবে।

ইণ্ডিয়ান [illegible] নূতন বঙ্গীয় পুলিসের পুলি-

সের কর্ম্মচারির নিম্ন লিখিত হিসাব প্রকাশ করিয়াছেন:—

কর্ম্মচারি		প্রত্যেকের বেতন।
১ ইনস্পেকটর জেনরল		২৫০০। ৩০
৪ সহকারী	ঐ	১২০০
৫ সহকারী ইনস্পেক্টর		১০০০
৮ প্রথম শ্রেণির জেলা সুপরিন্টেণ্ডেণ্ট		৭০০
৮ দ্বীতয় শ্রেণির	ঐ	৬০০
৯ তৃতীয় শ্রেণির	ঐ	৫০০
২০ প্রথম শ্রেণির সহকারী	ঐ	৪০০
৩০ দ্বিতীয় শ্রেণির	ঐ	৩০০
৪০ তৃতীয় শ্রেণির	ঐ	২০০
১০৯ প্রথম শ্রেণির ইনস্পেকটর		১৫০
২০৭ দ্বিতীয় শ্রেণির	ঐ	১০০
২৪৭ তৃতীয় শ্রেণির	ঐ	৭০
২৪ সহকারী ইনস্পেকটর	ঐ	২৫
২৪৭ দ্বিতীয় শ্রেণির	ঐ	২০
২৪৭ তৃতীয় শ্রেণির	ঐ	১৫
২৪৭ ওবরসিয়র প্রথম শ্রেণির		১৪
২৪৭ দ্বিতীয় শ্রেণির	ঐ	১২
৩৮০০ তৃতীয় শ্রেণির	ঐ	১০
৮০০০ প্রথম শ্রেণির কনষ্টেবল		৮
৮৭৮০ দ্বিতীয় শ্রেণির	ঐ	৭
৮৭৮০ তৃতীয় শ্রেণির	ঐ	৬

সর্ব্বশুদ্ধ ইহার জন্য ৪০ লক্ষ টাকা ব্যয় হইবে। রামপুর বোয়ালিয়া, কৃষ্ণনগর, কটক, পুরী, রাণীগঞ্জ, ঢাকা, ফরিদপুর ও সম্বলপুরে নূতন পুলিসের এক এক প্রধান থানা হইবে।

অবৈতনিক মাজিষ্ট্রেট দিগকে যে প্রণালীতে কার্য্য করিতে হইবে, তাহা স্থির করিয়া দিবার নিমিত্ত কয়েকটি নিয়ম প্রকাশ করা হইয়াছে। নিয়ম গুলি স্থানান্তরে প্রকটিত হইল। আমরা জানিয়াছিলাম অবৈতনিক মাজিষ্ট্রেটেরা লাইসেন্স টাক্সের কলম হইলেন।

[illegible] একণে পাই পয়সা সত্তর আনা বিক্রয় হইতেছে। বিট পয়সা সাড়ে ষোল আনা।

অযোধ্যার নবাবের মন্ত্রী আলিনকি খাঁ বিদ্রোহ [illegible] বিনা অনুমতিতে কলিকাতার বাহিরে [illegible] পারিতেন না। গবর্ণমেণ্ট সম্প্রতি তাঁহাকে সম্পূর্ণ স্বাধীনতা প্রদান করিয়াছেন।

মন্ত [illegible]

রী বিদায় লইয়া ইংলণ্ডে গমন করেন, উঁর নিরূপিত সময় অতীত হইবার পূর্ব্বেই তাহাদিগকে আপন আপন কর্ম্মে প্রবৃত্ত হইতে হইত, যিনি না হইতেন, তাহাকে পদচ্যুত করা হইত। কিন্তু অনেকেই বিশেষ কারণ প্রদর্শন না করিয়া ষ্টেট সেক্রেটারির নিকট হইতে বিদায় লইতেন। তন্নিবন্ধন উল্লিখিত নিয়ম বিফল হইত। এই হেতু অত্রত্য গবর্ণমেণ্ট আজ্ঞা করিয়াছেন বিশেষ কারণ প্রদর্শন না করিলে এরূপ স্থলে তাঁহারা পুনর্ব্বার নিজ নিজ কর্ম্ম পাইবেন না।

গত কল্য এতদ্দেশীয় সম্ভ্রান্ত লোকেরা ...কী সাহেবকে এক এড্রেস দিয়াছেন।

ভারতবর্ষীয় রেইলওয়ে কোম্পানির ইঞ্জিনিয়ার উইলসন সাহেব রেলওয়ের সুবিধার জন্য মুরশিদাবাদ হইতে নলহাটি পর্য্যন্ত একটী পাকা রাস্তা প্রস্তুত করিবার জন্য গবর্ণমেণ্ট হইতে দুই লক্ষ টাকা পাইয়াছেন।

ইংলিসম্যান সম্পাদক শ্রবণ করিয়াছেন ফিরোজ শাহ এক্ষণে এক দল মাড়োয়ারি দস্যুর অধিনায়ক হইয়াছেন। কয়েক মাস পূর্ব্বে সম্পাদক ফিরোজ সাহকে মক্কার উৎপথে পারস্য দেশে দর্শন করেন। এক্ষণে আবার এক দিনে ভারতবর্ষের মধ্যে আসিয়াছেন। ওয়াটিক্কেটের কোন দৈব শক্তি আছে সন্দেহ নাই।

রেঙ্গুণে এক জন চীনে বিস্তর বারুদ ও বন্দুক লুকাইয়া বিক্রয় করিত। সে সম্প্রতি ধৃত হইয়াছে। এস্থলে নিরস্ত্র করিবার আজ্ঞা বিক্রম করিতে পারে নাই।

ব্রহ্মদেশে সম্প্রতি ভয়ানক ঝড় উঠিয়াছিয়াছে। এ বৎসর অনেক স্থান হইতেই ... জল কষ্টের সম্বাদ আসিতেছে।

অদ্য গ্রাণ্ট সাহেব ইংলণ্ডে গমন করিলেন। বীডেন সাহেব লেপ্টেনেণ্ট গব... হইলেন। গ্রেসাহেব বীডন সাহেবের কার্য্য এবং ই, সি, বেলি সাহেব হোম সেক্রেটারির কার্য্যে নিযুক্ত হইয়াছেন। বীডন সাহেব ... রাখেন কি, ভুল রাখেন? দেখিবার নিমিত্ত আমরা উর্দ্ধমুখ হইয়া রহিলাম।

কাবুল হইতে নিশ্চিত সংবাদ আসিয়াছে ...রানগর পারস্যসেনাদিগের হস্তগত হই-

য়াছে। আমীর দোস্ত মহম্মদ নিজ সেনা সমভিব্যাহারে কান্দাহারে গিয়াছেন। এরূপ জনশ্রুতি ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট এই যুদ্ধে সাক্ষাৎ সম্বন্ধে হস্তক্ষেপ না করিয়া অর্থ ও সুশিক্ষিত সেনাপতি দ্বারা আমীরের সহায়তা করিবেন।

সম্প্রতি একজন পদচ্যুত গাড়োয়ান পূর্ব্ব প্রভুর আস্তাবলে সুরাপান করিয়া গোলযোগ ও নূতন গাড়োয়ানের সহিত দাঙ্গা করিয়া ধৃত হইয়াছে। তন্নিমিত্ত কবলারের জরি... বসিয়াছে।

ফিনিক্সের একজন পত্র প্রেরক টেলিগ্রাফের অধ্যক্ষগণের প্রতিকূলে সর্ব্বসাধারণের নিকটে এই বলিয়া অভিযোগ করিয়াছেন যে তাঁহারা গবর্ণমেণ্টের আজ্ঞা না মানিয়া রাজপুরুষ ও সাধারণ ব্যক্তি সকলকেই ষোল আনা পয়সা দিতেছেন। পয়সা আনিবার সময় এমত গোলযোগ হয় যে কাহার সাধ্য তন্মধ্যে প্রবেশ করে। পত্র প্রেরক বলেন তিনি ৯০০ টাকার মধ্যে দুই টাকার পয়সা কম পাইয়াছেন। টাকশালের অধ্যক্ষের নিকটে কৈফিয়ত চাওয়া কর্ত্তব্য।

মারগারেট ফারনণ্ডেজ নামে একটী স্ত্রীলোক তাহার পুত্রের নামে এই বলিয়া পুলিসে নালীশ করে যে তাহার পুত্র ও তার বিস্তর অলঙ্কার অপহরণ করিয়া ত্রইজন বারাঙ্গনা ও এক পরিচিত ফিরিঙ্গির নিকটে তাহা রাখিয়াছে। পুলিস কর্ম্মচারিরা অনেক অলঙ্কার বাহির করিয়াছে, এখন পর্য্যন্ত এই মোকদ্দমার নিষ্পত্তি হয় নাই। ফিরিঙ্গি ও ইউরোপীয় চোরের সংখ্যা ক্রমশই বৃদ্ধি হইতেছে।

চীনদেশ হইতে সম্বাদ আসিয়াছে, সম্রাটের সেনারা সম্প্রতি বিদ্রোহিদিগকে পরাজিত করিয়াছে। তজ্জন্য তাহারা অনেক ... পরিত্যাগ করিয়াছে। সম্রাটের সেনাপতিরা ... প্রায় দুই সহস্র নিরস্ত্র বিদ্রোহিকে ...

... টেলিগ্রাফ সম্বন্ধে নিরুক্ত নিয়ম নির্দ্দিষ্ট হইয়াছে। এবার নিয়ম হইয়াছে গবর্ণমেণ্টের ... হইতে ... পাইয়া রসিদ দিতে হইলেই টাকা লাগিবে। এতদিন কেবল ... হইয়াছিল।

ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট ভারতবর্ষীয় মকানগর ... জাহাজের সংস্কার প্রভৃতি করিবার জন্য বোম্বাই ও সিঙ্গাপুরে দুটি এবং ডক করিবার সঙ্কল্প করিয়াছেন। বোম্বায়ের ডক অতি ... অবস্থায় আছে। সিঙ্গাপুরে নূতন ডক করিতে হইবে। সিঙ্গাপুর এই বেলা ভারতবর্ষ হইতে পৃথক হইল না কেন? অথবা তত্রত্য দুর্গ, ডক প্রভৃতি আমাদিগের টাকায় প্রস্তুত করিয়া শেষে ইংলণ্ডীয় গবর্ণমেণ্টের অধীন করা হইবে।

লার্ড এলগিন ভিন্ন ভিন্ন স্থানের বর্ত্তমান সৈন্য বিভাগের সংখ্যা ও উৎসাহের বিষয়ে রিপোর্ট চাহিয়াছেন। এদিকে বোম্বায়ের ... টিয়রেরা ... তাঁহারা পারসীদিগকে আপনাদিগের দলে লইতে চাহেন নাই ... সিদ্ধান্ত করিয়াছেন। সাধারণ ব্যয়ে অস্ত্র লইয়া শ্রেণিবদ্ধ হইয়া দণ্ডায়মান হওয়া কঠিন নয় ... ধরাই কঠিন।

বোম্বাই গার্ডিয়ান পত্র লিখিত হইয়াছে, তথায় ৮৫০০ টাকায় সরাপের কাণ্ট্রাক্ট ছিল, পুনর্ব্বার একজন ব্যক্তি ১১,৮০০ টাকা দিয়া কাণ্ট্রাক্ট লইয়াছে। অধিক সংখ্যা মাতাল না হইলে কর এতকলা ৩০ টাকার অধিক মাত্রা ...তে কখন স্বীকার করে না। যে গবর্ণমেণ্ট অধিকারে অধিক মাতাল তাহাকেই কি বলে প্রজাবৎসল গবর্ণমেণ্ট?

গবর্ণমেণ্ট আজ্ঞা করিয়াছেন যে বাঙ্গালা ... ব্যবহার ও অপরিষ্কার পান ... আফিসের কার্য্য করিতে ... হইবে না ... আজ্ঞা হইয়াছে সন্দেহ নাই ... আজ্ঞা লঙ্ঘন করিবেন তাঁহারা ... এই আজ্ঞাটী প্রতিপালন করিতে ... হন।

লাহোর অবধি অমৃত সর পর্য্যন্ত যে রেলওয়ে খুলিয়াছে, তাহার তৃতীয় শ্রেণীর চারি আনা ভাড়া নির্দ্দিষ্ট হইয়াছে। তন্নিমিত্ত একাল পর্য্যন্ত ... পথে এত লোক আইসেন যে ... হয় না। এই দৃষ্টান্ত ... ভারতবর্ষীয় রেইলওয়ে ... লাভ হয় না?

যে উপায়ে উত্তম ...

যোগায় হয় তজ্জন্য এক কমিসন নিয়োজিত হইয়াছেন। তাঁহাদের বিচার্য্য এই প্রধান যে নাগপুর এত দিনেরপর কমিসরিএটের চোর দিগের প্রতি দৃষ্টিক্ষেপ করিয়াছেন। কিন্তু কমিসনেরা বিশেষ সতর্ক না হইলে কমিসন কিছুই করিতে পারিবেন না। পরন্তু এতদ্দেশের রাক্ষস দিগের কি কিছুই হইবে না?

প্রধান সেনাপতি আজ্ঞা করিয়াছেন যে স্থানে ওলাউঠা হইবে সেস্থান হইতে সৈন্য দিগকে অন্য স্থানে তাম্বুর ভিতর রাখিতে হইবে। সেখানেও ওলাউঠা গমন করিলে তথা হইতে দূরে ও প্রেরক বায়ুর বিপরীত দিকে যাইতে হইবে। ওলাউঠার নিবারণ হইলে বারিক বিশেষ রূপে পরিষ্কৃত না করিলে সেনাদিগকে পুনর্ব্বার তথায় প্রেরণ করা হইবে না। সর্ব্বপ্রকার আফিসরদিগকে এবিষয়ে মনোযোগী হইতে বলিয়াছেন। প্রকার ওলাউঠার সৈন্যদের উপায় করিতে হইবে সে কথাটি নাই।

আমরা শুনিলাম শিক্ষাসংক্রান্ত কার্য্যের ভূতপূর্ব্ব অধ্যক্ষ ইয়ং সাহেব বঙ্গদেশীয় সেক্রেটারি হইবেন। কৌন্সিলে সাহেবের শ্রীম সাহেবেরা ক্রমে২ দেখা দিতেছেন।

লাহোর ক্রনিকেল সম্পাদক উক্ত মণ্ডপ ও পুরাতন মুসল বংশীয়দিগের অট্টালিকা, মঠ, প্রভৃতি অক্ষুণ্ণ রাখিতে অনুরোধ করিয়াছেন। লালা জ্যোতিঃপ্রসাদ এক লক্ষটাকা ব্যয় করিলে যমুনা মসিদ এক্ষণ যেখানে আছে, তাহাও সব হিন্দুরাজ ছাড়িয়া সেনাগণের শিবিরস্থাপন করিতে বলিয়াছেন। ভাগলেরা রোম নগরীর অট্টালিকা তত্র কবিতারসিক বলিয়া চিরকাল নিন্দনীয় হইয়াছে, ভারতবর্ষস্থিত ইংরাজেরা কি সে তত্ত্ব উক্ত করেন?

সম্প্রতি বেথুন সোসাইটীতে মাসমাডি সাহেব বাঙ্গালীর অন্নের বিষয়ে এক উত্তম প্রস্তাব পাঠ করিয়াছেন। তাহাতে ভূতরাজা দেবনারায়ণ সিংহের বক্তৃতার প্রত্যুত্তরে এই কথা বলেন এই সভায় এতদ্দেশীয় ও ইউরোপীয় অনেক ব্যক্তি উপদেশ দান দ্বারা পরস্পরের সৌহৃদ্য বর্দ্ধন করিতেছেন। উভয় জাতির সদ্ভাব হইতেছে দেখিয়া যে কুসংস্কার আছে তাহা এতদ্দ্বারা অমূলক বলিয়া প্রতীয়মান হইতেছে। অদ্য ভারতবর্ষের একজন সর্ব্বপ্রধান কুলীন ও তাঁর ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার সভ্য, রাজা দেবনারায়ণ সিংহ উপস্থিত হইয়াছেন। তিনি এক প্রাচীন মহাসম্ভ্রান্ত বংশের প্রতিনিধি, যে বংশ এদেশের ইতিহাসের মধ্যে প্রধান স্থান অধিকার করিয়াছেন। যে সভা মানবজাতির সর্ব্বাংশ ১৮ কোটি মনুষ্যের জন্য ব্যবস্থা প্রস্তুত করিয়াছেন, সেই সভায় এক জন এতদ্দেশীয় আমীর প্রবেশ করাতে প্রকাশ পাইতেছে গবর্ণমেণ্ট এক নীতি অবলম্বন করিয়া উভয় জাতির পরস্পর বৈর শান্তি করিয়া সভায় নরিয়া ঐক্য সম্বন্ধ করিয়াছেন। সকলের মুখে এ কথাও শুনিতে পাওয়া যায় না।

করাচিতে বিবি মালা সাহেব বলিয়া যিনি হন, তাঁহাকে অদ্যাপিও মুক্ত করা হয় নাই। ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট তাঁহাকে কানপুর পাঠাইতে আজ্ঞা করিয়াছেন। এ রমণীর অতি দুর্ভাগ্য বলিতে হইবে মালা সাহেব এত নির্ব্বোধ নহেন যে পারস্য দেশ পার হইয়া করাচি হইতে মক্কায় যাইবেন।

শিলেটের এক জন পত্র প্রেরক প্রস্তাব করিয়াছেন নাগাদিগকে আক্রমণ না করিয়া তাহাদিগকে তাহাদিগের দ্রব্যের বাণিজ্য করিতে উৎসাহ দেওয়া কর্ত্তব্য। তাহা হইলে যে চা করদিগের সুবিধা হয় না।

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া সম্পাদক সর্ব্বপ্রেসিডেন্সির প্রায় অনুসারে বিদ্যা বিষয়ে ৫০ লক্ষ টাকা দিবার অনুরোধ করিয়াছেন। সে টাকা দেওয়া হইবে তাহার তৃতীয়াংশ [illegible] এবং অবশিষ্টাংশ কেবল সব বিদ্যালয়ে ব্যয় করিতে হইবে। যে স্থলে কোন ব্যক্তি ৫০০০ টাকার অধিক দান করিবেন সে স্থলে গবর্ণমেণ্টের সেই পরিমাণ টাকা দেওয়া কর্ত্তব্য। সম্পাদক লীল, মল্লিক প্রভৃতিকে এ বিষয়ে দান করিতে বলিয়াছেন। তবে বাগারে মারে কে টাকা ব্যয় করিবে।

লক্ষ্ণৌ নগরে একটি বিদ্যালয় ও পুস্তকালয় স্থাপিত হইয়াছে। বাবু গিরিশচন্দ্র ঘোষ উহার উদ্যোগী। ভারতবর্ষের শিক্ষা ও রাজ্য সংক্রান্ত উন্নতি বাঙ্গালী দিগের দ্বারাই হইবে।

সমাচার হিন্দুস্থানী সম্পাদক লিখিয়াছেন লক্ষ্ণৌনগরে একটি দীর্ঘাকার লোক আসিয়াছে। সে সাড়ে পাঁচহাত লম্বা, মস্তকের বেড় প্রায় পাঁচহাত, হস্ত পদাদি সেই পরিমাণে। কিন্তু সে অতিশয় দুর্ব্বলতাহেতু এক পদও সাকিন্ত লইয়া যাইতে হয়। সে প্রত্যহ প্রায় ১০০ টাকা দান পাইতেছে।

রংপুর দিক প্রকাশ হইতে উদ্ধৃত।

দিন দিন যত লোকের বিদ্যা বুদ্ধি সভ্যতা বৃদ্ধি পাইতেছে, ছল প্রতারণা প্রবঞ্চনাও তত বাড়িতেছে, বিশেষ বঙ্গ দেশেই তাহার প্রাচুর্য্য অধিক দেখা যাইতেছে, আবার দুঃখি অপেক্ষা ভাগ্যধরেরা সে অংশে অগ্রে। পটু, শঠ ও ধর্ম্মের মধ্যে কলিকাতার নিকট বাসি অনেক গুলিন গণ্য মান্য ধনি মহোদয় রাজস্ব ধনাশার বশ হইয়া অসাধু পথে পদার্পণ করায় গুরুতর রাজদণ্ডে দণ্ডিত হইয়াছেন, তাহার মধ্যে বাবু শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বাবু [illegible] প্রভৃতি ২।৩ জন অতি প্রধান লোক কারাবাস ক্লেশেই পরিত্রাণ পাইলেন, অপর কয়েক জন এখনও দণ্ড ভোগ করিতেছেন, উত্তরপাড়া নিবাসি শ্রীযুক্ত বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ও শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের দ্বীপান্তর হুকুম সময়ে ২৪ পরগনার প্রচণ্ড সেসন জজ সেং জাষ্টিস সাহেবের চক্রে পড়িয়া কারাবদ্ধ হওনের পরিবর্ত্তে ভাগ্যে ভাগ্যে পুনর্ব্বার ৩।৪ মাস হাজতে থাকিয়া আপীল আদালতের হুকুমে মুক্তি পান। সাহেবের সে গণ্ড দূর না হইতেই পুনরায় দ্বিতীয় এক মোকদ্দমায় লিপ্ত হইয়া সুখ্যাতির পরিপাক করাইলেন।

আমরা সংবাদ দাতার পত্র প্রমাণে গত সংখ্যক পত্রে তাঁহার বিচারের সূচক বিবরণ মাত্র প্রকাশ করিয়াছি, এক্ষণে ফ্রেণ্ড অব ইণ্ডিয়া, পত্র পাঠে আক্ষেপ পূর্ব্বক প্রকাশ করিতেছি, বাবু তাঁহার উপযুক্ত কৃত্য শ্রীযুত পীতাম্বর বসু দ্বারা এক পাট্টা প্রস্তুত করিয়াছিলেন, বিচারে তাহা কৃত্রিম প্রকাশ হইবায় সদর নিজামত আদালতের বিচারে ৫ বর্ষের জন্য কারাবদ্ধ হইয়াছেন, খাটুনির বিনিময়ে দশ সহস্র মুদ্রা দিতে হইবেক। শুনা যাইতেছে, কলিকাতা বাসিবাবুরা তাঁহার দণ্ডাজ্ঞা লঘু হওন প্রার্থনায় গবর্ণমেণ্টে আবেদন করিবেন, এবং কৌন্সেল মিডলটন সাহেব মহুরি পুত্রকে লইয়া, প্রা

[illegible] আপীল [illegible] হইবেন, ইতি পূর্ব্বে কাল [illegible] আপীল প্রিবি কৌন্সেলে কখন হয় নাই। মধ্য বিধানের গুরুতা [illegible] ও [illegible] প্রধান [illegible] ইহা আশ্চর্য্য বটে। [illegible] অবস্থাই যখন এরূপ হইতে [illegible] তখন সামান্য লোকের কা কথা, এই সকল দেখিয়া শুনিয়াই [illegible] এদেশের লোকের প্রতি অশ্রদ্ধা [illegible] করেন

ভারতবর্ষীয় ব্যবস্থাপকসভা।

২৩এ এপ্রেল বুধবার। [illegible] পাটিয়ালার রাজা ব্যতিরিক্ত [illegible] সভা উপস্থিত ছিলেন।

বিডিন সাহেব প্রস্তাব করিলেন ১৮৬৫ অব্দের ২ আইনের কিয়দংশ পরিবর্ত্ত করিবার যে বিল হইয়াছে তদ্বিষয়ক সিলেক্ট কমিটির রিপোর্ট পঠিত হইয়া বিল বিধিবদ্ধ হয়।

[illegible] সাহেব প্রস্তাব করিলেন, [illegible] টাকা ও পয়সা [illegible] বিল সিলেক্টকমিটি যে প্রকার স্থির করিয়াছেন তাহা পঠিত হইয়া বিধিবদ্ধ হয়

সিলেক্টকমিটি ফৌজদারি আইন সংশোধন বিষয়ক বিলের বিষয়ে রিপোর্ট করিয়াছেন [illegible] সাহেব তাহা সভায় অর্পণ করিলেন। আগামি সভায় এই বিল বিধিবদ্ধ করিবার প্রস্তাব করা হইবে। উক্ত আইন দ্বারা পঞ্জাবের জেলা [illegible] বাসহেতু হইবার যে [illegible] বিল [illegible] করা হইয়াছে

১৮৫৯ অব্দের ১৪ আইন সংশোধন বিষয়ক বিলের বিষয়ে সিলেক্ট কমিটি যে রিপোর্ট করিয়াছেন [illegible] সাহেব তাহা অর্পণ করিলেন; আর তিনি ১৮৫৯ অব্দের ১০ আইন সংশোধন বিষয়ক বিলের সিলেক্ট কমিটির [illegible] করিবার প্রস্তাব করিলেন।

রাজা দেবনারায়ণ সিংহ বলিলেন [illegible] বাৎসরিক পাঁচশত টাকার ন্যূন আয় [illegible] ব্যক্তিদিগের ইন্‌কম‌টাক্স রহিত করিয়া যে কার্য্য করিয়াছেন আমি তাহার [illegible] করিয়া থাকিতে পারি না। এতদ্দ্বারা ত্রিবিধ উপকার হইয়াছে। প্রথমতঃ দরিদ্রলোকেরা পীড়ন হইতে মুক্ত হইয়াছে; দ্বিতীয়তঃ সকলের [illegible] গবর্ণমেণ্টের প্রতি ভক্তি জন্মিয়াছে, তৃতীয়তঃ এই আইন [illegible] চিরস্থায়ী হইবে বলিয়া লোকের যে আশঙ্কা জন্মিয়াছিল তাহা দূর হই[illegible] সেক্রেটারি সাহেব এদেশে আর কিছুকাল অবস্থিতি করেন এই প্রার্থনা করিয়া বক্তৃতার শেষ করিলেন।

সেক্রেটারি সাহেব ১৮[illegible] অব্দের [illegible] আইন সংশোধন বিষয়ক বিলের [illegible] কমিটির রিপোর্ট প্রদান করিলেন।

[illegible] সাহেব ১৮[illegible] অব্দের ১৩ আইন ১৮[illegible] অব্দের ১৪ আইন ও ১৮৫৫ অব্দের [illegible] আইন সংশোধন বিষয়ক বিল সভায় অর্পণ করিলেন

বঙ্গদেশীয় ব্যবস্থাপকসভা।

১৯ এপ্রেল শনিবার।

[illegible] মিত্র ব্যতিরিক্ত সমুদায় সভ্য উপস্থিত ছিলেন। [illegible] সাহেব সভায় [illegible] লেপ্টেনেণ্ট গবর্ণরের [illegible] সাহেব যথাবিধি শপথ [illegible] পদে প্রতিষ্ঠিত হইলেন।

[illegible] সাহেব [illegible] সকল [illegible] সময়ে [illegible] বিল সভায় অর্পণ [illegible] তাহা [illegible] করিবার প্রস্তাব করাতে তাহা গ্রাহ্য হইল

[illegible] সাহেবের প্রস্তাবানুসারে ১৮৬[illegible] অব্দের ১০ আইন সংশোধন বিষয়ক বিল বিধিবদ্ধ হইল।

[illegible] সাহেব [illegible] বিল অর্পণ করিবার যে [illegible] ছিল তাহা [illegible] রহিত হইল।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

৭ই এপ্রেল—নিম্ন লিখিত ব্যক্তিরা যশোহরে শিক্ষা সংক্রান্ত কমিটির সভ্য হইলেন।

বাবু কালীকান্ত রায়, বাবু [illegible] এবং শ্রীনাথ ঘোষ চৌধুরী

১৫ ই এপ্রেল—১৮৬৩ সালের ৯ আইন অনুসারে নিম্ন লিখিত ব্যক্তিরা ২৫ পরগণার ডেপুটি কালেক্টরের প্রতিনিধি হইবেন।

[illegible]পুরে কাজি [illegible] আহম্মদ।

[illegible] বাবু নীলমণি মিত্র।

[illegible] এপ্রেল—ডবলিউ জি [illegible] সাহেব নবদ্বীপে সিবিল ও সেসিয়ান জজের প্রতিনিধি হইবেন।

এস এস জেকিস সাহেবের স্থানে প্রথম শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

এইচ [illegible] সাহেব [illegible] অনুমতি [illegible] মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন

১০ই এপ্রেল—সি এইচ [illegible] সাহেব বাঁকুড়ার মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন, কিন্তু আপাততঃ তিনি যে বিশেষ কার্য্যে নিযুক্ত হইয়াছেন, তাহাই করিবেন।

১৬ই এপ্রেল—নিম্ন লিখিত ব্যক্তিরা মুঙ্গেরে শিক্ষা সংক্রান্ত কার্য্যের কমিটির মেম্বর হইলেন।

[illegible] সাহেব। বাবু কালীপ্রসন্ন চৌধুরী

এম. [illegible] সাহেব [illegible] শিক্ষা [illegible] কমিটির মেম্বর হইলেন।

বাবু [illegible] বাবু [illegible] ডেপুটি হইয়া, [illegible] আইনের ২০ ধারা [illegible] আইনের [illegible] ধারানুসারে [illegible] সহকারী মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইলেন।

[illegible] ডেপুটি [illegible] হইবেন।

[illegible] ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর [illegible] হইয়া [illegible] আইনের [illegible] ধারানুসারে দ্বিতীয় শ্রেণির সহকারি মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

৫ই এপ্রেল—[illegible] সাহেব [illegible] মাজিষ্ট্রেট ও কালেক্টরের সহকারী হইবেন

[illegible] সাহেব [illegible] মাজিষ্ট্রেট ও কালেক্টরের সহকারী হইবেন।

[illegible] সাহেব [illegible] সিবিল আসিষ্টাণ্ট সার্জ্জন হইবেন এবং তাঁহার বর্ত্তমান চিকিৎ[illegible] আসিষ্টাণ্ট সার্জ্জনের কার্য্যে [illegible]

২৪ [illegible] ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর [illegible] টেলর সাহেব [illegible] বিশেষ কার্য্যে গমন করিয়াছেন। [illegible] উক্ত জেলার মাজিষ্ট্রেটের [illegible] ক্ষমতা প্রাপ্ত হইবেন।

[illegible]বাদের ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর পি, পি, [illegible] সাহেবের স্থানে [illegible] হইয়া উক্ত জেলার ফৌজদারী আইনের ২২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণির সহকারী মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইবেন।

২ই এপ্রেল—জে, পি, এইচ, [illegible] সাহেব ২৪ পরগণার প্রতিনিধি মাজিষ্ট্রেটের ও [illegible] পূর্ব্বের জেলার তত্ত্বাবধায়ক হইবেন। [illegible] সাহেব কলিকাতা নগরে মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

২৬ এ মার্চ পর্য্যন্তের ইউরোপীয় সংবাদ।

সভাপতি [illegible] মহাশয় প্রস্তাব করিয়াছেন দাসস্বামিদিগের [illegible] ক্ষতিপূরণ করিয়া দিয়া দাসদিগকে স্বাধীনতা দেওয়া [illegible] মহাসভা উক্ত প্রস্তাবে সম্মতি প্রদান করিয়াছেন।

বিদ্রোহীরা [illegible] একটী নদীর মোহানায় একটী সমুদ্র যুদ্ধ [illegible] হইয়াছে। [illegible] সাহেব গবর্ণমেণ্টে [illegible] বাসকরণ, প্রাইস ও [illegible] অধীনস্থ [illegible]

দিগকে এক মহাযুদ্ধে পরাজিত করিয়াছে। উভয় দলের বিস্তর লোক হত হইয়াছে। জেনারেল ম্যাকিলন ক্যোরকাকস কোর্ট হাউসে প্রধান শিবির স্থাপিত করিয়াছেন। পটমাক নদী তীরস্থ পথ পরিষ্কৃত হইয়াছে।

ইটালির নূতন মন্ত্রি সম্প্রদায় যেরূপে রাজকার্য্য করিবেন, সেই অভিপ্রায় প্রকাশ করিয়াছেন;— রোমনগর রাজধানী ও বিনাশ স্বাধীন হইবে। ফ্রান্স ইটালির সেনারা রাজকীয় সেনাদলভুক্ত হইবে কথা হইতেছে। রোম নগরস্থিত ফরাসী দূত পোপের সহিত আগমনে সাক্ষাৎ করিয়া হঠাৎ প্যারিস যাত্রা করিয়াছেন।

প্রুসিয়ার মন্ত্রিবর্গের অনেকে পদত্যাগ করিয়াছেন। জাতি সাধারণ সভার প্রতিনিধি প্রেরণ করিবার জন্য বিশেষ চেষ্টা করা হইতেছে।

ফরাসী মহাসভায় যে সমস্ত প্রতিনিধি বিদেশীয় বাণিজ্য দ্রব্যের উপরে অধিক শুল্ক স্থাপন করিয়া স্বদেশীয় বণিকদিগের সুবিধা করিতে চাহিয়াছিলেন, তাঁহারা বলিয়াছেন ইংলণ্ডের সহিত সম্প্রতি বাণিজ্য বিষয়ে যে সন্ধি হইয়াছে, তাহাতে ফ্রান্সকে ক্ষতিগ্রস্ত হইতে হইবে।

হাউস অব কমন্সে এই বলিয়া তর্ক বিতর্ক হইয়াছে যে উপনিবেশাদিতে যে সমস্ত দুর্গ প্রস্তুত করা যায় গবর্ণমেণ্টকে তদর্থ অনেক টাকা ব্যয় করিতে হয়।

পোপ পুনর্ব্বার অত্যন্ত পীড়িত হইয়াছেন।

সবার্ডির লোকেরা পরম সমাদরে গারিবল্ডিকে প্রত্যাগমন করিয়াছেন,

ইটালির সর্ব্ব স্থানেই জাতীয় রাইফল সভা স্থাপিত হইতেছে।

একুশ জনপ্রতি পাবিলসাডির বাটেরির সংহার হইয়াছে।

বাহিরে দেখিতে গ্রীসের বিদ্রোহ শান্তি হইয়াছে বটে কিন্তু বাস্তবিক হয় নাই।

কেনসিংটনের কামডেন হাউস নামক বাটি ভস্ম গিয়াছে। ইহিয়া রবারের কারখানাও নষ্ট হইয়াছে।

কতকগুলি প্রধান ব্যক্তি ইংলণ্ড হইতে ইউনাইটেড ষ্টেটস পর্য্যন্ত টেলিগ্রাফ করিবার নিমিত্তে লার্ড পামরষ্টনের সহিত সাক্ষাৎ করিয়াছেন।

গেজেটে প্রকাশিত হইয়াছে ভারতবর্ষীয় সেনা দলের অনেক আফিসর উচ্চপদে অধিরূঢ় হইয়াছেন।

নিয়মাবলী।

বিজ্ঞাপন

১৬ই এপ্রেল।

অবৈতনিক ম্যাজিষ্ট্রেটদিগকে যে যে নিয়মে কার্য্য করিতে হইবে, তাহা সাধারণের গোচরার্থ প্রকাশিত হইল।

১ম। অবৈতনিক ম্যাজিষ্ট্রেটেরা নিজ নিজ কর্ত্তব্য কর্ম্মের ভার গ্রহণ করিবার পূর্ব্বে জেলার ম্যাজিষ্ট্রেটের সম্মুখে নিম্ন লিখিত শপথ করিবেন:—

"আমি,-অমুক,-অমুক জেলার অবৈতনিক ম্যাজিষ্ট্রেট পদে প্রতিষ্ঠিত হইয়া শপথ করিতেছি, যে আমি এই জেলার ম্যাজিষ্ট্রেটের এলাকার মধ্যে শান্তি রক্ষার্থ যথাসাধ্য ম্যাজিষ্ট্রেটের সহায়তা করিব; আমি অপক্ষপাতিতা ও তৎপরতা সহকারে নিজ কর্ত্তব্য কর্ম্ম সম্পাদন করিব, আমার কর্ত্তব্য কর্ম্ম সম্পাদনের সময়ে গবর্ণমেণ্টের আজ্ঞা ব্যতিরেকে সাক্ষাৎ সম্বন্ধে অথবা পরোক্ষে টাকা, অথবা পুরস্কারাদি গ্রহণ করিব না, এবং আমি প্রচলিত আইনের অনুসারী হইয়া যেমন জ্ঞান ও বিবেচনা তদনুসারে কার্য্য করিব"।

২য়। অবৈতনিক ম্যাজিষ্ট্রেটেরা যে ক্ষমতা পাইবেন, তদনুসারে বিচার করিবেন। সময়ে সময়ে তাঁহাদিগকে ক্ষমতা দেওয়া হইবে। তাঁহারা পুলিসের উপরে কোন ক্ষমতা প্রকাশ করিতে পারিবেন না। কিন্তু কোন ব্যক্তিকে বন্দী করিবার জন্য পুলিসের উপর পরওয়ানা দিতে পারিবেন।

৩য়। যদি বিচারের সময়ে অবৈতনিক ম্যাজিষ্ট্রেট কোন পুলিস কর্ম্মচারির কার্য্যের দোষ দর্শন করেন, তাহা হইলে তিনি তদ্বিষয় নিকটবর্ত্তি পুলিসের প্রধান কর্ম্মচারির গোচর করিবেন।

৪র্থ। অবৈতনিক ম্যাজিষ্ট্রেটেরা নিজ নিজ জেলার পুলিস কর্ম্মচারি কি অন্য ব্যক্তির বিজ্ঞাপন ও প্রার্থনা মতে মোকদ্দমা গ্রহণ করিতে পারেন। ম্যাজিষ্ট্রেট ইচ্ছা করিলে অবৈতনিক ম্যাজিষ্ট্রেটের নিকটে যে যে ফৌজদারি মোকদ্দমার অনুসন্ধান, প্রথম বিচার ও নিষ্পত্তির ভার দিতে পারিবেন। তাঁহারা সেসিয়ানে ও সুপ্রিমকোর্টে সমর্পণ করিবার মোকদ্দমাও প্রথম বিচার করিতে পারিবেন। কিন্তু এরূপ স্থলে দেখিতে হইবে অবৈতনিক ম্যাজিষ্ট্রেটেরা গবর্ণমেণ্টের নিকটে উক্ত ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন কি না।

৫ম। জেলার ম্যাজিষ্ট্রেটেরা কমিসনরের অনুমতি অনুসারে কোন অবৈতনিক ম্যাজিষ্ট্রেটের এলাকার সীমা বদ্ধ করিয়া দিতে পারিবেন; অবৈতনিক ম্যাজিষ্ট্রেট তাহার বাহিরে ক্ষমতা প্রকাশ করিতে পারিবেন না।

৬ষ্ঠ। যদি কোন অবৈতনিক ম্যাজিষ্ট্রেট কোন মোকদ্দমার বিচারের সময়ে দেখে যে সাক্ষাৎ সম্বন্ধে অথবা পরম্পরা সম্বন্ধে তাহাতে তাহার নিজের স্বার্থ আছে, তাহা হইলে তিনি তৎক্ষণাৎ ঐ মোকদ্দমা ম্যাজিষ্ট্রেটের নিকটে প্রেরণ করিবেন।

৭ম। অবৈতনিক ম্যাজিষ্ট্রেটেরা ফৌজদারি আইনের ২২ ধারানুসারে দ্বিতীয় অথবা প্রথম শ্রেণির সহকারি ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা পাইতে পারিবেন; এবং তদনুসারে ফৌজদারি বিচার প্রাপ্ত হইয়া মোকদ্দমা নিষ্পত্তি করিবেন।

৮ম। অবৈতনিক ম্যাজিষ্ট্রেটেরা প্রধানতম কর্ম্মচারিকে কোন পত্রাদি লিখিতে চাহিলে তাহা ম্যাজিষ্ট্রেটের দ্বারা প্রেরণ করিবেন।

৯ম। অবৈতনিক ম্যাজিষ্ট্রেটেরা এই বিষয়ে বিশেষরূপে দৃষ্টি রাখিবেন যেন অর্থি প্রত্যর্থিদিগকে বৃথা বিলম্ব করিয়া কষ্ট পাইতে না হয়।

১০ম। প্রধানতম কর্ম্মচারির আজ্ঞানুসারে অবৈতনিক ম্যাজিষ্ট্রেটদিগকে স্বকার্য্যালয়ে নিম্ন লিখিত হিসাবগুলি রাখিতে হইবে, ম্যাজিষ্ট্রেটেরা যে যে সময়ে সেইগুলি যেন সম্পূর্ণ দেখিতে পান:—

অভিযুক্ত লোকের	হিসাব।
অন্য অন্য সাধারণ লোকের	ঐ।
জরিমানার	ঐ।
আদেশের	ঐ।
প্রত্যেক জমা ও খরচের	ঐ।
সেসিয়নে সমর্পণ করিবার	ঐ।
অর্থি প্রত্যর্থি দিগের প্রাত্যহিক	
হাজিরের	ঐ
সমনের	ঐ
গ্রেপ্তারি পরওয়ানার	ঐ
সরকারি নকলের	ঐ

১১শ। অবৈতনিক ম্যাজিষ্ট্রেটেরা ঐ সকল বিষয়ের ফরম ম্যাজিষ্ট্রেটের নিকট হইতে পাইবেন।

১২শ। যেখানে সর্ব্ব সাধারণে অবাধে যাইতে পারেন। অবৈতনিক ম্যাজিষ্ট্রেটেরা এরূপ স্থলে বিচার করিবেন।

১৩শ। অবৈতনিক মাজিষ্ট্রেটেরা ব্যবহারের [জ]ন্য মাজিষ্ট্রেটের নিকট হইতে এক২ টি মো[হ]র পাইবেন।

১৪শ। যে সকল মাজিষ্ট্রেট স্বয়ং নিয়মে [ফৌজ]দারি মোকদ্দমা করিবেন তাঁহারা আবশ্যক [ফ]র্ম্ম ও কাগজ কালেক্টরের [illegible] পাইবেন।

১৫শ। জেলার মধ্যস্থিত কোন অবৈতনিক [মা]জিষ্ট্রেট যখন কোন ব্যক্তিকে কারারুদ্ধ করি[বে]ন অথবা সেশিয়নে, কিম্বা সুপ্রিমকোর্টে সম[র্প]ণ করিবেন, তখন পরওয়ানা ও তৎ সংক্রান্ত [অ]ন্য অন্য কাগজের সহিত অবিলম্বে তাহা [নি]কটবর্ত্তি পুলিসকর্ম্মচারির নিকট সমর্পণ করি[বে]ন।

১৬শ। জরিমানা প্রভৃতিতে যে সকল টাকা [আদ]ায় হইবে অবৈতনিক মাজিষ্ট্রেটেরা প্রতিমাসে [সে] সমুদায় এবং মাজিষ্ট্রেট প্রদর্শিত নিয়[মা]নুসারে টাকার এক হিসাব মাজিষ্ট্রেট অথ[বা] তৎ স্থানের কোন কর্ম্মচারির নিকটে প্রেরণ [ক]রিবেন।

১৭শ। কোন জরিমানা, বা জামীনের অ[র্থ] প্রভৃতির টাকা ফিরাইতে হইলে তাহা মাজি[ষ্ট্রে]টের আদালত হইতে হইবে। অবৈতনিক [মা]জিষ্ট্রেটেরা কাহাকে কোন টাকা দিতে পারি[বে]ন না।

১৮শ। অবৈতনিক মাজিষ্ট্রেটেরা প্রতি [মা]সে কত মোকদ্দমা করিলেন তাহার এক হি[সা]ব পরমাসের ১লা দিবসে পুলিশের দ্বারা [মা]জিষ্ট্রেটের নিকট প্রেরণ করিবেন।

১৯শ। মাসিক ও ত্রৈমাসিক হিসাব পর[মা]সের ৩ দিনের মধ্যেই প্রেরণ করিতে হই[বে]। বাৎসরিক হিসাব জানুআরি মাসের ১০ই [তারিখে]র মধ্যে পাঠাইতে হইবে।

—o—

প্রেরিত।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পা দক মহাশয়েষু।

সম্পাদক মহাশয়! গত ১০ই জানুয়ারির [হ]রিণাম্ বিচারসার ও ১লা ফেব্রুয়ারির সং[বা]দ প্রভাকরে দৃষ্ট হইল যে রূপসির সব আ[সি]ষ্টাণ্ট সারজন বাবু ক্ষেত্রপদ চক্রবর্ত্তী চুচুড়া [illegible] অধ্যক্ষ গণের নামে জিলার মা[জি]ষ্ট্রেট সাহেবের নিকট মিথ্যা একটা অভি[যো]গ করিয়া জন সমাজে বিলক্ষণ নিন্দনীয় [হ]ইয়াছেন। কিন্তু কি চমৎকার, আমি এতদ্দ্র[ব্য] [illegible] দোকানের কর্ম্ম করিয়া ও এপর্য্যন্ত যে কাহার লক্ষ হইলাই, বা আমার নাম সংবাদ পত্রে প্রকাশ হয়নাই ইহার কারণ আমার দোষ স্বীকার করিতে হইবেক। দোষ স্বীকার অথবা দোষের জন্য অনুতাপ করিলেই তাহার প্রায়শ্চিত্ত হয়, এজন্য স্বীয় দোষাবলি পশ্চাৎ লিখিতেছি, এবং আপনার নিকট আমার এই নিবেদন যে যাহাতে আমার অচিরাৎ সুমতি হয়ে এরূপ কোন উপদেশ প্রদান করিয়া বাধিত করিবেন?

প্রথমতঃ আমার জন্মস্থান ও বাসস্থান এবং বংশের পরিচয় দিতেছি। আমার জন্মস্থান ও বাসস্থান মহা নগর কলিকাতা, জাতিতে শূদ্র, তন্মধ্যে অতি নীচ কিন্তু জাতীয় ব্যবসায় দুই পুরুষাবধি রহিত হইয়াছে, পিতা ও পিতৃব্য মহাশয়েরা সামান্য ব্যবসায় দ্বারা জীবন যাত্রা যাপন করিয়াছিলেন, আমি যোগেযাগে কিঞ্চিৎ চিকিৎসা বিদ্যা শিক্ষা করিয়া অর্থান্বেষণ জন্য উত্তর পশ্চিম প্রদেশে গমন করিয়াছিলাম খোট্টা দিগের সহবাসে থাকিয়া, খোট্টা স্বভাব প্রাপ্ত হইয়া খোট্টা দিগের ন্যায় ভঙ্গ পান। [illegible] ও দোক্তা করিতে উৎসুক হইয়াছিলাম একণে স্বদেশে প্রত্যাগমন করিয়া হুগলি জিলার অধীনে কোন স্থানে অবস্থিতি করিতেছি, কিন্তু খোট্টা স্বভাব ত্যাগ করিতে পারি নাই, [illegible] এই যে উটে ও চুলে বান বেহারা আমাকে বহন করে না, সুতরাং এক পালকী গাড়ি দ্বারা গমনা গমন করি, বাবারোহণ পূর্ব্বক যখন গমন করি তখন মনের অহঙ্কারে কাহার সহিত কথা কহি না, নানা প্রকার বিচিত্র বিচিত্র পরিচ্ছদ পরিধান করি কিন্তু অবয়বের গুণে পরিচ্ছদের মর্য্যাদা রক্ষা হয় না। বয়ঃক্রম চল্লিশের অধিক, বর্দ্ধিষ্ণু দেহ খর্ব্বাকৃতি মস্তক কেশ শূন্য দুই একটী দন্ত হীন, চক্ষু ক্ষুদ্র, উদর স্থূল ইত্যাদি এইত রূপ, আবার গুণ কেমন, অধীনস্থ লোক দিগকে তুচ্ছ সম্ভাষণ করিয়া থাকি, সাধারণের উপকার জনক ঔষধ আত্মসাৎ করি, উপায় বিহীন লোকদিগের চিকিৎসার জন্য আসিলে তুচ্ছ করিয়া দিবার সাধ্যমত চেষ্টা পাই, অনিবার্য্য হইলে আপন নিকট হইতে ঔষধ ক্রয় করিতে অনুরোধ করি এবং একটাকা মূল্যের দ্রব্যে তিন টাকা লই, একদা একজন মুসলমান ঔষধ পাইবার নিমিত্ত আসিবায় তাহার শ্মশ্রু ধারণ করিয়া অপমান করি, নিশাতে হোলখানায় গণিকালয়ে রজনী যোগে ধূম ও মদ্যপান করিয়া আমোদ করি, কোন সময়ে মদমত্ত হইয়া বাড়িয়াদার স্বর্ণ বণিকের মস্তক চূর্ণ করিয়াছিলাম পরে ঐ অপমানিত মুসলমান ও আহত বণিক রাজদ্বারে অভিযোগ করিলে সন্ধি করি, আমার নিক[ট] যে ঔষধ ক্রয় না করে তাহার চিকিৎসা করি না, যদি আমাকে অগ্রে অন্য দোকানে ঔষধ ক্র[য়] করে তবে তাহার ও দোকানদারের অনিষ্ট সা[ধনের] চেষ্টা পাই, অন্যের শ্রীবর্দ্ধনে বিলক্ষ[ণ] কাতর হই, আমার খাওয়াদাওয়ার বিচার নাই। সম্পাদক মহাশয়, আমার গুণাবলির পরিচয় প্রাপ্ত হইলেন এক্ষণে মনে আশঙ্কা হইতেছে যে চরমে আমার দশা কি হইবে!

কস্যচিৎ অনুতাপিত জনস্য।

—o—

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পা দক মহাশয় সমীপেষু।

এই প্রদেশে এক জন স্বর্ণবণিকের পত্নী দু[illegible] রোগাক্রান্ত হইয়াছে। গত বুধবাসরে এ[illegible] সাকিং দ্বিবেণী ভণ্ড উচ্চ স্বর্ণ বণিকের ব[াটী]তে আগমন করিয়া, আপনাকে মহাজ্ঞানী ও সাধ্যসাধক ও নানাবিধ চিকিৎসাতে নিপু[ণ] বলিয়া পরিচয় দিয়া কহিল যে আমি তোমা[র] বনিতার দুরবস্থা [illegible] মন্ত্র দ্বারা অ[illegible] স্বস্থ করিতে পারি। এই কথা শ্রবণ করিয়া স্বর্ণ বণিক ও তাহার স্ত্রী ঐ প্রবঞ্চকের নিক[ট] একবারে [illegible] মূল্যে বিক্রীত হইল এব[ং] [illegible] করিতে অনুরোধ করিল। পর দিবস অপরাহ্নে বেলা ৫ ঘটিকার সময়ে সেই ভণ্ড এ বণিকের আবা[সে] আসিয়া তাহাকে একটি মৃণ্ময় কলস [illegible] করিয়া তাহাতে বিন্দুত্রয় তৈল প্রদান করি[য়া] রাখিতে এবং আতপতণ্ডুল ও মিষ্টান্নাদি [illegible] গমন করিল। বণিক তদ্রূপ করিল। পরে [illegible] ভণ্ড সায়ংকালে একটা মৃত পতিত [illegible] মস্তক [illegible] করিয়া উপস্থিত হইল। অনন্তর একটি কাষ্ঠাসনে বস্ত্রাচ্ছাদন করিয়া তদুপরি ঐ [illegible] পণ্ড মস্তক স্থাপন করিয়া পূজা করিতে বসিল [illegible] কিয়ৎক্ষণ পরে মূর্খ স্বর্ণ বণিকজায়াকে কহি[ল] "তুমি সমুদয় অলঙ্কার [illegible] উন্মো[চন] করিয়া যে যে অলঙ্কার যুগ্ম আছে অর্থাৎ [illegible] অলঙ্কার দক্ষিণাঙ্গে একটি ও বামাঙ্গে একটি [illegible] বিধান করিতে হয়, তাহার এক এক পাটি [illegible] কার নিকট ও এক এক পাটি করিয়া আপনা[র] নিকট রাখ এবং যে অলঙ্কার যুগ্ম আছে [illegible]

...ও আমার নিকট রাখ নচেৎ তোমার অল-
...রে কুড়াকর্ষণ করিবেক।" অবলা ঐ শঠের
...দেশানুসারে সমুদয় অলঙ্কার গাত্র হইতে
...লিয়া, এক পাট বাঁক মল, এক ছড় পুঁইছা
...বং এক ছড়া অবিজ (এই গহনাগুলি রূপার)
একটি সোনার বেশর ও একটি স্বর্ণ নথ এবং
...কটি পিত্তলের হার এরূপে ৬ দফা অলঙ্কার
...র্তকে দিয়া অবশিষ্ট আপনার নিকট রাখিল।
...নন্তর প্রবঞ্চক ব্যান সরাপশ্যারে ঐ স্বর্ণ বলি
...কে শীঘ্র স্নান করিয়া আসিতে অনুমতি করি-
..., বনিত গমন করিলে, ধূর্ত তাহার ভার্য্যাকে
...ক নিম্নদেশে রাস্তা হইতে মৃত্তিকা বালুকা আন-
...ন করিতে আদেশ করিল। এইরূপে যখন তা
...রা উভয়ে বহির্গত হইল তখন ধূর্ত শীঘ্র ইউ
...ধান্যের সময় পাইয়া অলঙ্কারাদি হস্তগত করিয়া
...ভক্তির দ্বারের দিকে পলায়ন করিল। অনন্তর
...নিকটস্থিত। বালুকানয়ন করিয়া জন শূন্য
...হর্ম্যে বিস্ময়াপন্ন হইল এবং পূর্ব্বোক্ত বারি-
...পূরিত ঘটে হস্ত প্রবিষ্ট করিয়া তদভ্যন্তরে যখন
...সীয় অলঙ্কার দেখিতে পাইল না, তখন একে-
...বারে ক্রন্দন করিয়া উঠিল। তৎপরে সর্ব্বদিক
...তত্তাগমন করিয়া তদবস্থা দর্শন করিয়া দম্পতির
...অন্বেষণে ইতস্ততঃ ভ্রমণ করিল, তখন সে ব্যক্তির
...নাম! পার হইয়াছে আর তাকে পায় কে? অবশেষে
...প্রবঞ্চকের অনুসন্ধান না পাইয়া হতাশ হইয়া
...পুলিসে খবর দিল। দেখা যাউক পুলীসের বাবা-
...রা কি করেন? যাহা হউক, মহাশয়! বেটা হা-
...রের বিষয়টিতে ফাঁকিতে পড়িয়াছে অর্থাৎ স্বর্ণ-
...বলী মনে করিয়া পিত্তলের হার পাইয়া
...লইয়া গিয়াছে। এখন পর্য্যন্ত পুলীসে এবিষয়ের
কিছু অনুসন্ধান হয় নাই, পরে যেরূপ হয় প্রকাশ
করিব নিবেদন।

মানভুম পুরুলিয়া
সন১২৬৯ ৬ বৈশাখ
কস্যচিৎ পাঠকস্য

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয়েষু।

বহরমপুর নিবাসী ব্যক্তিদিগকে এক্ষণে সৎ-
...ক্রিয়ার অনুষ্ঠানে ব্রতী দেখা যাইতেছে। কিয়
...দিবস হইল তাহারা উত্তর পশ্চিমাঞ্চলের ভী-
...ষণ দুর্ভিক্ষের এবং মৃত মহাত্মা হরিশ্চন্দ্র মুখোপা
...ধ্যায়ের চাঁদার বিশেষ আনুকূল্য করিয়াছিলেন
...আবার ৭ই বৈশাখ বেলা ৫ ঘটিকার সময় ভাগী
...রথী তীরস্থ শ্রীযুক্ত বাবু পুলিনবিহারী সেনের
...ভবনে বৈঠক খানায় শ্রীল শ্রীযুক্ত লার্ড ক্যানিং
এবং আমাদিগের লেপ্টেনেন্ট গবর্ণর মহানু-
ভব গ্রাণ্ট সাহেবের নিকট কৃতজ্ঞতা প্রকাশার্থ
এক সভা আহ্বান করেন, ইহা দেখিয়া সাতিশয়
আহ্লাদিত হইয়াছি। এই সভায় বাবু গঙ্গাধর
বন্দ্যোপাধ্যায়, বাবু গৌরদাস বসাথ, বাবু পুলি-
ন বিহারী সেন বাবু ধনিকাচরণ সেন বাবু রামদাস
সেন বাবু প্রাণকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় বাবু অম্বি-
কাচরণ গঙ্গোপাধ্যায় বাবু দীননাথ গঙ্গোপা-
ধ্যায় বাবু দীনবন্ধু সান্যাল বাবু বৈকুণ্ঠনাথ সাথ
বাবু রামলাল চৌধুরী প্রভৃতি মহোদয় গণ উ-
পস্থিত ছিলেন। সভার কার্য্যারম্ভ হইলে মহা-
নুভব গ্রাণ্টসাহেবকে প্রদান করিবার জন্য যে
অভিনন্দন পত্র প্রস্তুত করা হইয়াছিল বাবু গৌ-
রদাস বসাথ তাহা পাঠ করিলেন। তাহার পর
বাবু পুলিন বিহারী সেন কহিলেন "গ্রা-
ণ্ট সাহেব আমাদের দেশের যেরূপ উপকার ক-
রিয়াছেন তাহা বর্ণনাতীত, এজন্য আমাদিগের
সকলের যথামত কিঞ্চিৎ২ প্রদান করিয়া ভা-
রতবর্ষীয় সভায় পাঠান আবশ্যক। এই বলিয়া তি-
নি তাঁর ৫ বর্ষীয় সভা হইতে প্রেরিত গ্রাণ্ট সাহে-
বের স্মরণার্থ চিহ্ন স্থাপন করিবার আবশ্যকতা
বিষয়িনী বিজ্ঞাপনী বাবু দীননাথ গঙ্গোপাধ্যা-
য়কে পাঠার্থ প্রদান করিলেন। তিনি তাহা পা-
ঠ করিয়া কহিলেন "আমরা চাঁদা সংগ্রহ করিয়া
না পাঠাইয়া যদি এখানে একটি " গ্রাণ্ট হাল "
নামক গ্রাণ্ট সাহেবের নিকট কৃতজ্ঞতা প্রকাশার্থ
গৃহনির্ম্মাণ করি; তাহা হইলে ইহাতে দুটী উত্তম
ফল হইবে। এক গ্রাণ্ট সাহেবের সমীপে কৃত-
জ্ঞতা প্রকাশ করা; দ্বিতীয় এদেশে সাধারণ হি-
তার্থ নানা সৎকার্য্যের আলোচনার জন্য সাধা-
রণ সভাগৃহ নির্ম্মাণ করা। অতএব আমাদের এই
রূপ করাই কর্ত্তব্য। গঙ্গোপাধ্যায় মহাশয়ের এই
প্রস্তাবে বাবু দীনবন্ধু সান্যাল ও বাবু অম্বিকা
চরণ গঙ্গোপাধ্যায় পোষকতা করিলে পর সকল
সভ্যই তাঁহার এই প্রস্তাবে ধন্য বাদের সহিত
অনুমোদন করিলেন। পুনরায় বাবু দীননাথ
গঙ্গোপাধ্যায় কহিলেন আমাদের এই বিষয়ের
চাঁদার জন্য আশু একটী সভা করা আবশ্যক। তা-
হাতে বাবু পুলিনবিহারী সেন কহিলেন "লার্ড
কেনীং বাহাদুরও আমাদের দেশের বহুতর
উপকার সাধন করিয়াছেন। অতএব তাঁহারও প্রতি
মূর্ত্তি নির্ম্মাণের জন্যও আমাদের চাঁদা দেওয়া
কর্ত্তব্য। এই প্রস্তাবে বাবু গঙ্গাধরবন্দ্যোপা-
ধ্যায় বাবু গৌরদাস বসাথ এবং বাবু রামলাল
চৌধুরি প্রভৃতি সভ্যগণ পোষকতা করিলে,
পর সভাপতি মহাশয়কে যথাবিধি ধন্যবাদ প্রদান করিয়া
সভাভঙ্গ হইল। ইহার পর দ্বিতীয় সভার বাহা
২ রা তাহা সোম প্রকাশে প্রকাশ করিতে ক্রটি
করিবে না নিবেদন ইতি।

১২৬৯ সাল তাং ৯ বৈশাখ বহরমপুর।
কস্যচিৎ গুণ কস্য।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

সম্পাদক মহাশয়! আমি কয়েক দিন শারী-
রিক পীড়িত থাকায় "ইহার শেষ বৃত্তান্ত পশ্চা...
নিবেদিব" এই প্রতিজ্ঞা প্রতিপালন করিতে
পারি নাই। জেলের লোকসাল... যে রূপ বিভ্রা...
হইয়াছে, তাহাতে কোনক্রমেই আমার সে প্র-
তিজ্ঞা পূরণ করিবার ইচ্ছা ছিল না। কিন্তু ১৭ই
মার্চ সোমপ্রকাশে মেদিনীপুরস্থ ৪২ সং টি...
স্বাক্ষরিত পত্রপ্রেরকের প্রেরিত সংবাদে জেলে...
বকসয়ার নিষ্পত্তি বিষয়ে কোন কোন ত্রুটি...
হওয়াতে কিঞ্চিৎ না লিখিয়া আর থাকিতে পারি-
লাম না। প্রেমচাঁদের ৬ মাস দুই শত, এব...
জমাদারের তিনমাস এক শত টাকা করে ...
রিমানার আদেশ হইয়াছে। এতে তাদের ...
কি? বনের ছেলে ঘরে এল। জেলে ...
যেমন আধিপত্য এখনও সেইরূপ। কিন্তু ...
গা অভয়চরণ বস্তুর কপালে বড় পুরস্কার ...
হইল যেহেতু ইহার পূর্ব্বে তাঁহাকে কেবল পা...
কাটুনীয়ার সর্দারি করিতে হইত, এখন সাক্ষী
ও প্রেমচাঁদের নামে নালিশ করাতে অর্থাৎ
যথার্থ কথার উল্লেখে মাটি কাটিবার হুকুম হই...
য়াছে। মহাশয়! তাহা বর্ণন করিতে গেলে বা...
কের অথবা অজ্ঞানান্ধ পাষাণহৃদয় নি...
ব্যক্তিরও অন্তঃকরণ বিদীর্ণ হয়। মাজিষ্ট্রেট সাহে-
বের দুটীর সম্মুখে তাঁহার নিজের একটী ...
কুর কাটান হইতেছে। অভয়চরণকে ঐ ...
দেওয়া হইয়াছে ঐ পুকুরের মৃত্তিকা কর...
দর। (এস্থানে প্রত্যহ প্রযুক্ত রূপ কি পু...
পাদি খনন করিতে হইলে অধিকাংশ ...
মিশ্রিত মৃত্তিকা কাটিতে হয়) অভয় বাবু বাল্য
কাল হইতে পরিশ্রমশীল নহেন, সুতরাং
কারাবাসী তাঁহার পক্ষে অসহ্য হইয়া উঠিয়াছে
তাতে আবার কর্কশ খনন করিতে হইল, ...
নামা কয়েদী ৩।৪ সের ওজনের গাঁতি ...
নির্দ্দিষ্ট কর্কশ খননের একপ্রকার ...
পেয় (জে, এবং অভয়চরণ বস্তুকে ৮।৯ ...
ওজনের গাঁতিতে মৃত্তিকা খনন করিতে ...
ছে। আর মৃত্তিকা বহন করিতে হইলে ...
জনে এক এক বারে এক এক ঝোড়া বহন ...
অভয়চরণকে এক এক বারে দুইঝোড়া ...
বহন করিতে হয়। মহাশয়! একে প্রচণ্ড ...
তাপ, তাতে আবার অনাহারে ...
ধিক পরিশ্রম; ইহা প্রবঞ্চকতাপূর্ণ ...

[illegible] [illegible], [illegible] শ্রমশীল ব্যক্তির ক্ষয় করিতে সমর্থ হয়। [illegible] সুখ [illegible] কেবল মৃত্যুই [illegible] পরম বন্ধু এটী বিলক্ষণ উপলব্ধি হয়। এই ঘটনা দেখিবার জন্য কোন এক পরিবারের হাপ-জুলের পর পরাধীনকাতর [illegible] ইংরাজী বিদ্যালয়ের কয়েকটী শিক্ষক ও প্রায় দুইশত ছাত্র উদ্যানে আসিয়া [illegible] তাদৃশ অবস্থাবিলোকনে প্রায় [illegible] ই অশ্রু বিমোচন করিয়াছিলেন। তাঁহা-[illegible] র প্রতি বিচারকদিগের এইরূপ নিগ্রহ [illegible] আর অধিকক্ষণ সেখানে থাকিতে না [illegible] ম্যাজিষ্ট্রেটকে ও মহাত্মা জজমহাকে ধন্য [illegible] প্রদান করিতে২ চলিয়া গেলেন। হায় রে [illegible] তোর কি এতই মহিমা যে, একেবারে [illegible] অপলাপ করিয়া আপনক্ষমতা প্রকাশ [illegible] তোকেও ধিক্ তোর ভক্তকেও ধিক্!

[illegible] মহাশয়, এত এক বিচার গেল, অন্য বিচা-[illegible] বিষয় লিখিতেছি এখন জেলের নিয়ম [illegible] আটা আটি। একটী কথাও কেহ কাহার [illegible] বলিতে পারিবে না। কয়েক দিন হইল [illegible] একজন বরকন্দাজ ।০ চারি আনা [illegible] গ্রহণ করিয়াছিল বলিয়া ওই অপরাধে শ্রীযুত ম্যাজিষ্ট্রেট সাহেবের সুধা বিচারে তাঁহার প্রতি ডহুয়মান কারাবাসের [illegible] হইয়াছে। যদি এইটী যথার্থ বিচার [illegible] [illegible] ও জমাদারের ১৪ বৎসরের [illegible] না, নির্ব্বাসনেও কিছু হয় না, এবং [illegible] সম্পত্তি সর্ব্বস্বোচ্ছেদ করিলেও কিছু হয় না; [illegible] নরকভোগই তাহাদের দোষানুরূপ শাস্তি। যদি এবম্বিধ প্রকৃতির বিচারের জন্য জুরি আবশ্যক হইত, তবে এতদ্দেশের আবাল বৃদ্ধ বনিতা, সকলেই সরলান্তঃকরণে বলিত যে, [illegible] দোষী দিগকে অগ্রেই নির্ব্বাসন কর, উচিত। আমরা তখনই জানি যে সামান্যাপরাধে কঠিন দণ্ড দেওয়া জমাদারের কাজ নহে। আবার মার্জ্জিনরূপ শিক্ষা যাহাদের সহায়, তাহাদিগকেও দোষানুরূপ দণ্ড দেওয়া সহজ নহে! এস্থলে ইহাও [illegible] যে, মার্জ্জিনাদির মাদে যে, অভিযোগ উপস্থিত হয়, ম্যাজিষ্ট্রেট সাহেবই তাহার প্রধান [illegible]। তিনি সাহস না দিলে অভ্যস্ত [illegible] পাইয়াও কখন এবিষয়ে প্রবৃত্ত হইতেন [illegible] যে কোন গোলযোগ হউক না কেন, মার্জ্জিনসাহেব একবার সাহেবদের ঘরে [illegible] আগুন শীতল হইয়াছে। যাহা হউক [illegible] আর বৃথা আক্রোশ অন্বেষণ [illegible] [illegible]। তবে আপনি যেমন পূর্ব্বে পক্ষপাতি পরিহার করিয়া যার পর নাই উপকার করিয়াছেন, সেইরূপ যদি এখনও আপনি পরোপকারিতাগুণের বশবর্ত্তী হইয়া এই বিষয়ের সারাংশ উদ্ধৃত করিয়া পক্ষপাত শূন্য কোন ইংরাজী সম্বাদপত্রে প্রচার জন্য প্রেরণ করেন, [illegible] হইলে সাতিশয় বাধিত ও উপকৃত হইব। কেন না আমি ত একে ইংরাজী জানি নাই, যদিও এখানকার অনেকে ইংরাজী জানেন বটে, কিন্তু তদ্দ্বারা তাদৃশ উপকার হইবার সম্ভাবনা নাই। আবার যাঁহারা বিশিষ্টরূপ জানেন, তাঁহারা আলস্যে অথবা [illegible] এরূপ বিষয়ে হস্তক্ষেপ করেন না।

২। প্রায় ৯।১০ মাস হইল এতন্নগরে "বিবিধবিষয়বিধায়িনী" নাম্নী একটী সভা অত্রত্য কয়েকটী কৃতবিদ্যের প্রযত্নে স্থাপিতা হইয়াছে। তাহা সাপ্তাহিক ও মাসিকদিবসে নির্ব্বাহিত হয়। সাপ্তাহিক কার্য্য প্রতি রবিবারে ২।৪ ঘটিকা হইতে আরম্ভ হইয়া ৬ঘটিকায় শেষ হয়। মাসিক কার্য্য রবিবার রাত্রি ৭ ঘটিকা হইতে ১০ ঘটিকাপর্য্যন্ত চলিয়া স্থগিত হয়। ইহার অবস্থা এক্ষণে যেরূপ দেখিতেছি ইহাতে বোধ করি অচিরেই ইহার উন্নতি হইবে। ৪ঠা চৈত্র রবিবারে ইহার নবম মাসিক কার্য্য হইয়া গিয়াছে। সে দিবস দোলযাত্রা ছিল। যে সময়ে নাগরিক অধিকাংশ লোকে দোলোৎসব হইয়া নৃত্য গীত ও সুখামোদে রত ছিলেন; যে সময়ে সকল গৃহই প্রায় আবির কুঙ্কুমে পরিপূর্ণ ছিল; যে সময়ে সকলেরই [illegible] সহৃশ হইয়াছিল; সকলেরই মুখমণ্ডল বিকৃতাকার ধারণ করিয়াছিল; যে সময়ে অর্থব্যয়ে অনেকেই বাহ্যজ্ঞান শূন্য হইয়াছিলেন সেই সময়ে বিবিধবিষয়বিধায়িনীর অনূ্যন ৪০ জন সভ্য সমবেত হইয়া "অস্মদ্দেশীয় কৃতবিদ্যগণের দ্বারা কর্ত্তব্য কর্ম্ম সম্পাদিত হইতেছে কি না।" এই বিষয়ের আলোচনা করেন। রীতিমত দুইটী বক্তৃতা পঠিত হইলে একটি যুবক গাত্রোত্থান করিয়া প্রায় দুই ঘণ্টাকাল পর্য্যন্ত এই বিষয়ে এক সুদীর্ঘ বক্তৃতা করিলেন। তাঁহার সেই বক্তৃতার মধ্যে এইটী বিশেষ রূপে উল্লিখিত হইয়াছিল যে "অদ্য দোলযাত্রা" ইহা প্রথমতঃ যে উদ্দেশে হউক না কেন, সম্প্রতি ইহা যে কিরূপ দুর্ণাকর ও অনিষ্টদায়ক হইয়া উঠিয়াছে তাহা বিবেচক মাত্রেই অনুভব করিবেন। এই ঘৃণিত ব্যাপারে আমাদের সংলিপ্ত হওয়া কদাচ উচিত নহে। এইরূপে [illegible] দোলযাত্রার দোষোল্লেখ করিয়া, প্রাত্যহিক বিষয়ের আন্দোলন করিতে লাগিলেন। সকলেরই অন্তঃকরণ আনন্দে ও উৎসাহে পরিপূর্ণ হইল। দোলযাত্রার সংস্রব ত্যাগ করিলাম এই প্রতিজ্ঞা করিয়া যুবকমণ্ডলী অনির্ব্বচনীয় আনন্দ সুখ অনুভব করিলেন। এইরূপ আন্দোলনের পর প্রায় ১১ টা রাত্রিতে সভাকার্য্য স্থগিত হয়। সভ্যগণের এইরূপ চরিত্র ও উৎসাহ দেখিয়া অত্রত্য প্রাচীনেরাও অনেক ধন্যবাদ প্রদান করিয়াছেন। যাহা হউক অনেক অনুসন্ধান করিয়া [illegible] যে, সে দিবস বিবিধবিষয় [illegible] সভ্যেরা দোলযাত্রার কোন সংশ্রব [illegible]। আমরা আশা করি সভ্য মহাশয়েরা [illegible] এবং বিষয়ে এইরূপ অগ্রসর হইলে [illegible] ফল লাভ হইবে।

[illegible] বশংবদ

আপনার পূর্ব্ব পত্র প্রেরক

১৮ ১৪ই এপ্রেল। মেদিনীপুর

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু হরমোহন লাল রায় চকদিঘী
১২৬৮ চৈত্র হইতে ৬৯ ফাল্গুন পর্য্যন্ত ১০ টাকা
" ভগবতীচরণ দেব রঙ্গপুর
১২৬৮ চৈত্র হইতে ৬৯ ভাদ্র পর্য্যন্ত ৫ ঐ
" [illegible] চরণ বসু বহরমপুর
১২৬৯ বৈশাখ হইতে আশ্বিন পর্য্যন্ত ৫ ঐ
" রাজা সত্যশরণ ঘোষাল কলিকাতা
১২৬৯ কার্ত্তিক পর্য্যন্ত ১০ ঐ
" বৈকুণ্ঠ নাথ রায় মানভূম
১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত ৫ ঐ
" রাধিকাপ্রসাদ দেব মৌলিক নওয়াখালি
১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত ৫ ঐ
" পরমানন্দ মুখোপাধ্যায় বীরভূম
১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত ৫ ঐ
রাজা প্রাণকালী রায় বহরমপুর
১২৬৮ চৈত্র অবধি ৬৯ ভাদ্র পর্য্যন্ত
" শ্যামাচরণ চট্টোপাধ্যায় বহরমপুর
১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত ৫ ঐ
" শ্যামাচরণ শ্রীমানি কলিকাতা
১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত ৫ ঐ
" [illegible] বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণপুর
১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত ৫ ঐ

[illegible] কলিকাতার দক্ষিণ পূর্ব্ব [illegible] রেলওয়ে [illegible] দক্ষিণ চাংড়িপোতা গ্রামে শ্রীযুত [illegible] বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার [illegible] প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

[illegible] সরস্বতী [illegible]।

[illegible] ১৫ সংখ্যা। | [illegible] | [illegible]

সোমপ্রকাশ।

[illegible] সোমবার।

[illegible] গবর্ণমেন্টের [illegible]

[illegible] বাহার [illegible] কার্য্যে [illegible] করেন না [illegible] পরিপূর্ণ ও [illegible] হইয়াছে। [illegible] শিক্ষিত হয় এবং [illegible] [illegible] হইতে [illegible] বিবেকশীল [illegible] এই চেষ্টা। কিন্তু [illegible] এই চেষ্টায় [illegible] হইতে পারেন না। [illegible] গবর্ণমেন্টের [illegible] পূর্ণ চেষ্টা আছে, কিন্তু নানা কারণে এত দিন তাঁহারা সম্পূর্ণরূপে কৃতকার্য্য হইতে পারেন নাই। এতদিন [illegible] উপদ্রব নিবারণার্থ পুলিস [illegible] ছিল, [illegible] প্রভৃতি [illegible] এবং [illegible] শিক্ষাদানেও [illegible], কিন্তু [illegible] করিয়া [illegible] পুলিস [illegible] হইত। পুলিস [illegible] পুলিস [illegible] পুলিস [illegible] অধিক বাহুল্য কর্ত্তব্য ছিল। আজিও বঙ্গদেশ এই পুলিসের ভার বহিতেছেন। তখন [illegible] সংখ্যা প্রয়োজনানুরূপ না হউক বড় ন্যূনও ছিল না; কিন্তু বিচারকর্ত্তার যে যে গুণ থাকা আবশ্যক, তাহার সর্ব্বোর দুর্ভাগ্যক্রমে উল্লিখিত বিচারকর্ত্তৃগণ তাহার অধিকাংশের অসদ্ভাব ছিল। গবর্ণমেন্ট এদেশীয়দিগের শিক্ষাদান কার্য্যে অমনোযোগী ছিলেন না এমন নয়, কিন্তু লোক সংখ্যার সহিত গবর্ণমেন্ট যত অর্থের সংখ্যা করিলে সমুদ্রে পাদ্য অর্ঘ্যের ন্যায় কিম্বা হস্তির মুখে দূর্ব্বাদলের ন্যায় অতি অকিঞ্চিৎকর বলিয়া প্রতীয়মান হইত সন্দেহ নাই। তাহারও অধিকাংশ কর্ম্ম ও [illegible] দিগের বেতনে পর্য্যবসিত হইত।

সম্প্রতি গবর্ণমেন্টের উল্লিখিত কয়েক বিষয়েই উন্নতিসাধন চেষ্টা জন্মিয়াছে। পুলিসদোষ সংশোধনার্থ নূতনবিধ পুলিস সংস্থাপিত হইয়াছে, বিচারকর্ত্তার সংখ্যা বৃদ্ধি করা হইয়াছে এবং প্রজাগণের শিক্ষাদানার্থ কিঞ্চিৎ অধিক অর্থ ব্যয় করা হইবে, এরূপ অভিপ্রায়ও প্রকাশ করা হইয়াছে।

গবর্ণমেন্ট সম্প্রতি শিক্ষাকার্য্যে ৫০ লক্ষ টাকা ব্যয় করিতেছেন। [illegible] গবর্ণমেন্টের অর্থাভাব, [illegible] করিলে [illegible] কিন্তু [illegible] অধিক, [illegible] দান করা হইয়াছে [illegible] প্রকাশ করিতেছি। [illegible] যেরূপ অর্থের [illegible] বিদ্যালয়ে যদি [illegible] টাকা [illegible] একদিন [illegible] টাকা ব্যয় করা এবং [illegible] অসাধ্য ব্যাপারও নহে। [illegible] হইলে গবর্ণমেন্টের পক্ষে টাকা [illegible] সম্ভাবনা আছে। পুলিস [illegible] পোলিস [illegible] সমুদয়ে পুলিসে [illegible] ব্যয় হইবেক। [illegible] টাকা [illegible] যে গবর্ণমেন্ট [illegible]

[illegible] অধিক টাকা [illegible] কোন বিষয়ে [illegible] হইবে, [illegible] গবর্ণমেন্ট [illegible] বিদ্যালয়াদির কার্য্য নির্ব্বাহ করেন, [illegible] যে যত ব্যয় [illegible] প্রজাগণ কারকী হইবে, এই আকারই [illegible] বোধ হইতেছে। এ প্রথা [illegible] আমাদিগের অবগতিযোগ্য হয়। [illegible] আমাদিগের মতে এই, এ দেশে [illegible] প্রথা প্রবর্ত্তন [illegible] হইবার সময় হইয়াছে কি না, [illegible] পরীক্ষা না করিয়া সহসা [illegible] সুতরাং কর্ত্তব্য ভার হইতে [illegible]

গ্রহণ না করেন। যাহা [illegible] এক্ষণে যে সাহায্য দান প্রথা [illegible] দোষশূন্য নহে। ইহার দোষ সংশোধন অতিশয় আবশ্যক। যেখানে বিদ্যালয় হইবে, তত্রত্য লোকেরা ছাত্রদের বেতন বাদে যত টাকা দিবেন, গবর্ণমেণ্টও সেই পরিমাণে সাহায্য [illegible] করিবেন এই নিয়মটি গুরুতর [illegible] অনেক স্থলে বিদ্যালয় প্রতিষ্ঠা কার্য্যের [illegible] অন্তরায় [illegible] হইয়াছে। যাহাদিগের আপনি আপন [illegible] বিদ্যালয় স্থাপন করিবার আন্তরিক [illegible] আছে, তাহাদিগের অনেককে এই [illegible] দেখিয়া ভগ্নোৎসাহ হইতে দেখা [illegible] গবর্ণমেণ্ট আশু এ নিয়ম রহিত [illegible] আমরা পূর্ব্বেও একবার কহিয়াছি [illegible] কহিতেছি, যে খানে গবর্ণমে[illegible] লাভ হইয়া থাকে, [illegible] শত করা হিসাবে [illegible] তত্রত্য বিদ্যালয়ের [illegible] করুন। এস্থলে আর একটী কথার উল্লেখ করা আবশ্যক হইতেছে। গবর্ণমেণ্ট এক্ষণে তত্ত্বাবধান কার্য্যে যে অর্থ ব্যয় করিতেছেন, তাহার সংক্ষেপ করা নিতান্ত আবশ্যক। ইনস্পেক্টর ও ডেপুটি ইনস্পেক্টরের সংখ্যা কম করিলে বিদ্যার অণুমাত্র হ্রাস হইবার সম্ভাবনা নাই।

কাহাড়ের চা-করগণ ও ঢাকা-প্রকাশের সম্বাদদাতা।

যিনি কাহাড়ে থাকিয়া এতদিন তত্রত্য চা-করদিগের ব্যবহার বৃত্তান্ত ঢাকাপ্রকাশে লিখিতেছিলেন, তিনি সম্প্রতি আমাদিগের নিকটে একখানি পত্র প্রেরণ করিয়াছেন। পাঠকগণ পত্রখানি যথা স্থানে দর্শন করিবেন। পত্র পাঠ করিলে কোন রূপেই এরূপ বোধ হয় না যে এদেশে স্বতন্ত্র গবর্ণমেণ্ট, স্বতন্ত্র রাজশাসন অথবা স্বতন্ত্র রাজা আছেন। অত্রত্য ইউরোপীয়দিগকেই গবর্ণমেণ্ট, রাজশাসন ও রাজা বলিয়া বোধ হয়। ঢাকাপ্রকাশের উক্ত সংবাদদাতা লিখিয়াছেন; চা-করেরা তাঁহার প্রাণ সংহারে উদ্যত হইয়াছিল, তাঁহাকে অগত্যা কাহাড় পরিত্যাগ করিতে হইয়াছে। ব্যক্তি অথবা সম্প্রদায় বিশেষ স্বেচ্ছানুসারে ব্যক্তি বিশেষের প্রাণগ্রহণে সাহসী হইতে পারেন, স্বতন্ত্র গবর্ণমেণ্ট থাকিলে কি কখন এরূপ সম্ভাবিত হয়? উক্ত সম্বাদদাতা যদি অপরাধী হইয়া থাকেন, আদালত আছে, সেই স্থানে তাঁহার বিচার হইবে এবং আইন আছে, তদনুসারে তাঁহার দণ্ড হইবে; স্বহস্তে রাজবিধি গ্রহণ করিয়া স্বয়ং প্রভু হইয়া কাহারও দণ্ড করিবার ক্ষমতা নাই। ইউরোপীয়দিগের এবম্বিধ গর্ব্ব ও এবম্বিধ স্বেচ্ছাচারিতাই তাহাদিগের প্রতি এদেশের লোকের বিদ্বেষের কারণ হইয়াছে। যেখানে এরূপ ব্যবহার, সেখানে দুর্ব্বলের ধন প্রাণ রক্ষার সম্ভাবনা কি? ইউরোপীয়েরা এদেশে আসিয়া বাস করেন তাহা এদেশের লোকের যে অভিপ্রেত নহে, তাহারও কারণ এই। অধিকসংখ্য ইউরোপীয় বাস করিলেই এদেশে অরাজক কাণ্ড হইবে, এই এদেশের লোকের শঙ্কা। এই শঙ্কা অমূলকও নহে। এদেশে এক্ষণে যে সমস্ত ইউরোপীয় বাস করিতেছেন, তাহার অধিকাংশেরই দুর্ব্ব্যবহার দৃষ্ট হইতেছে।

উক্ত সম্বাদদাতা ঢাকাপ্রকাশসম্পাদকের উপরে ক্ষোভ প্রকাশ করিয়াছেন। কিন্তু ১২ই বৈশাখের ঢাকাপ্রকাশে দৃষ্ট হইল, তৎসম্পাদক সম্পাদকীয় বাক্য স্থলে সম্বাদদাতার পত্রখানির তাৎপর্য্য প্রকাশ করিয়াছেন। অতএব তাঁহার আর ক্ষোভ কি? তবে তিনি কাহাড়ে অবস্থিতির বিষয়ে যে অভিপ্রায় প্রকাশ করিয়াছেন, ব্যক্ত হইলে তাহা সুসিদ্ধ হইবার সম্ভাবনা নাই। সম্বাদদাতা কিঞ্চিৎকাল প্রতীক্ষা করুন। প্রজাগণের প্রতি সমপক্ষপাতে সবিচার বিতরণ বিষয়ে অত্রত্য গবর্ণমেণ্টের যে সাতুকর চেষ্টা দৃষ্ট হইতেছে, তাহাতে স্পষ্ট বোধ হইতেছে, অত্যাচার কর্ত্তা যিনি হউন না কেন, অত্যাচার আর অধিক দিন প্রভুত্ব করিতে পারে না। জাতি ও বর্ণ ভেদে বিচার ভেদের কালও ক্রমশঃ [illegible] হইতেছে। আমরা মুক্তকণ্ঠে [illegible] করিতে পারি, যত দিন সবিচার সম্প্র[illegible]ক হইবে, ততদিন গবর্ণমেণ্ট লব্ধ[illegible] হইতে পারিবেন না

ভারতবর্ষের পবলিক ওয়ার্ক ও জন ডিকিন্সন সাহেব।

ইণ্ডিয়া রিফর্ম্ম সোসাইটি সভার সভাপতি জন ডিকিন্সন সাহেব ভারতবর্ষের পবলিক ওয়ার্ক প্রসঙ্গ করিয়া সম্প্রতি এক ক্ষুদ্র পুস্তক প্রচার করিয়াছেন। ভারতবর্ষের সর্ব্ব স্থলে রেলওয়ে হইতেছে। কিন্তু নদীগর্ভ খনন করিয়া প্রশস্ত করিলে এবং নূতনবিধ খালাদি খনন করিলে যে লাভ সম্ভাবনা আছে, রেলওয়েতে তাহা হইবার সম্ভাবনা নাই, অথচ হাউস অব কমন্সের অধিকাংশ সভ্য ও ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট সেই রেলওয়েরই অনুমোদন করিতেছেন; ইহার প্রতিবাদ করা উক্ত গ্রন্থ প্রচারের মুখ্য উদ্দেশ্য। কমন্স হাউসের সভ্যগণকে সম্বোধন করিয়া ইহা লিখিত হইয়াছে। রেলওয়ের অপেক্ষা খালাদি দ্বারা এদেশের যে অধিকতর উপকার লাভ হইতে পারে, আমাদিগের সামান্য বুদ্ধিতেও তাহা বিলক্ষণ বোধ হইতেছে। নদী নদ ও খালাদি দ্বারা কেবল যে দ্রব্যাদির আনয়ন ও প্রেরণাদির সুবিধা হয় এরূপ নহে, তদ্দ্বারা দেশের উর্ব্বরতা গুণের বৃদ্ধি হইয়া দুর্ভিক্ষাদি দোষ প্রশমনের সম্পূর্ণ সম্ভাবনা আছে। ব্যয় গণনা করিলেও উভয়ের বহু বৈলক্ষণ্য লক্ষিত হইবে। এক ক্রোশ পথ খাত খনন করিতে যে ব্যয় হয়, রেলওয়ের সেই এক ক্রোশে তাহার বহুগুণ অধিক ব্যয় হইয়া

থাকে; কেহ বলিয়া না দিলেও ইহা স্পষ্ট বোধগম্য হইতে পারে।

ফলতঃ যাহাতে লাভ ও উপকার অধিক এবং ব্যয় অল্প, তাহা কাহার অধিকতর প্রার্থনীয় না হইবে? ডিকিন্সন সাহেব এক স্থানে লিখিয়াছেন "গোদাবরী মুখে রাস্তা ও খাল প্রভৃতির সুবিধা হওয়াতে অদ্ভুত উপকার দর্শিয়াছে; পূর্ব্বে বর্ষে বর্ষে ৫। ৬ লক্ষ টাকার দ্রব্যের রপ্তানি হইত, পশ্চাৎ প্রায় ৫০ লক্ষ টাকার রপ্তানী আরম্ভ হইয়াছে; তদনুসারে প্রজাগণেরও ধন সম্পত্তির বৃদ্ধি হইয়াছে, এক্ষণে রাজস্ব শতকরা ৪০ টাকা বৃদ্ধি হইয়াছে নেবিগেসন কোম্পানির শতকরা ৫৫ টাকা লাভ হইবে, সমুদায়ে যে ব্যয় হইয়াছে, ২৫ মাইল রেলওয়ে প্রস্তুত করিতে যে ব্যয় লাগে, ততও নহে।"

আমরা ডিকিন্সনের গ্রন্থ হইতে আর একটি বিষয় জানিতে পারিতেছি। গবর্ণমেণ্ট রেলওয়ের প্রতিভূ হইয়াছেন, ইহা ন্যায় সিদ্ধ হয় নাই। রেলওয়ে কোম্পানি ক্ষতিগ্রস্ত হইলে গবর্ণমেণ্টকে সে ক্ষতি পূরণ করিয়া দিতে হইবে। কিন্তু তাঁহারা কাহার টাকা লইয়া সেই ক্ষতি পূরণ করিবেন? তাঁহাদিগের টাকা কোথায়? প্রজার টাকাই তাঁহাদিগের টাকা। অতএব একের টাকা লইয়া অপরকে দেওয়া কি বিধেয় হয়? রেলওয়ে কোম্পানির স্বাধীন হইয়া কার্য্য করাই যুক্তিসঙ্গত। ডিকিন্সন লিখিয়াছেন "রেলওয়ে কোম্পানি বিনা খাজনায় কেবল যে ৯৯ বৎসরের পাট্টা পাইয়াছেন এরূপ নহে; গবর্ণমেণ্ট কেবল যে তাহাদিগকে ভূমি (কেবল এক বোম্বাই দ্বীপে চারি মাইলে ৩০ লক্ষ টাকা ব্যয় লাগিয়াছে) দিয়াছেন এরূপ নহে; এবং গবর্ণমেণ্ট শতকরা ৫ টাকা সুদ (এরূপ স্থলে অন্য অন্য গবর্ণমেণ্ট যাহা দিয়া থাকেন, তাহা অপেক্ষা চতুর্থাংশ অধিক দেওয়া হইয়াছে) দিবেন অঙ্গীকার করিয়াছেন এরূপ নহে; ঐ পাট্টার মিয়াদ অতীত হইলেই রেলওয়ে গবর্ণমেণ্টের স্বত্বাধীন হইবে, কিন্তু উক্ত কোম্পানি যে টাকা ব্যয় করিয়াছেন, গবর্ণমেণ্টকে তাহা প্রত্যর্পণ করিতে হইবে।" এইরূপ লিখিয়া তিনি পরিশেষে স্পষ্টাক্ষরে কহিয়াছেন, রেলওয়ে ঘটিত যে প্রবঞ্চনা হইতেছে, ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট তাহার আদি কারণ নহেন, তাহার আদিকারণ কমন্স হাউস। যাহা হউক, পরিশেষে আমাদিগের বক্তব্য এই; ডিকিন্সনের প্রস্তাবিত গ্রন্থ পাঠ করিলে তাঁহার কিঞ্চিৎ ঔদ্ধত্য প্রকাশিত দৃষ্ট হয় বটে; কিন্তু তিনি খাতাদি খননের অবশ্যকর্ত্তব্যতা বিষয়ে যে যে যুক্তি প্রদর্শন করিয়াছেন তাহার একটীও অসঙ্গত বলিয়া প্রতীয়মান হইতেছে না। ভারতবর্ষে অধিক পরিমাণে খাতাদি হইলে ইহার যে সর্ব্বাঙ্গীন মঙ্গল লাভ হইবে তদ্বিষয়ে অণুমাত্র সন্দেহ নাই।

—•—

জয়ন্তিয়ার বিদ্রোহ।

খসিয়া ও জয়ন্তিয়ার পর্ব্বতে যে বিদ্রোহবহ্নি প্রজ্বলিত হইয়াছে, অদ্যাপি তাহার শান্তি হয় নাই। গত ১৩ই এপ্রেল গবর্ণমেণ্ট যে ঘোষণা প্রচার করিয়া দিয়াছেন, তাহা বিনা শোণিতপাতে অচির কালমধ্যে তন্নির্ব্বাণে সমর্থ হইবে সন্দেহ নাই। ব্রিগেডিয়ার জেনরল সণ্ডার্সকে কমিসনরের পদে নিযোজিত করিয়া খসিয়া ও জয়ন্তিয়া পর্ব্বতে প্রেরণ করা হইয়াছে। তিনি তত্রত্য লোকদিগকে এই কথা স্পষ্ট করিয়া জানাইয়া দিয়াছেন যে, গবর্ণমেণ্টের এরূপ ইচ্ছা নয় যে প্রজাগণকে কষ্ট দেন, রাজ্যমধ্যে কোন উপদ্রব না থাকে, এবং প্রজাগণ সুখে ও স্বচ্ছন্দে থাকে, ইহাই গবর্ণমেণ্টের অভিপ্রায়; অতএব যে সকল ব্যক্তি বিদ্রোহে প্রবৃত্ত হইয়াছে, তাহারা যদি শরণার্থী হয়, গবর্ণমেণ্ট তাহাদিগকে ক্ষমা করিবেন।

বিদ্রোহীদিগকে অভয়দানের তু[...] বিদ্রোহ নিবারণের অল্প উৎকৃষ্ট উপা[...] আছে। বিশেষতঃ বলা হইয়াছে, বিদ্রোহি[...] দিগের যে মনোবেদনা ও ক্ষোভ আছে[...] তাহা গবর্ণমেণ্টের গোচর করিলে গব[র্ণ]মেণ্ট শ্রবণ করিবেন। এক, ক্ষমা; দ্বিতী[য়] দুঃখ প্রতীকার। এ দুটীই বিদ্রোহিদিগে[র] পক্ষে অনুকূল। দুঃখপ্রতীকার বিষয়ে গবর্ণমেণ্টের বিশেষ রূপে মনোযোগ কর[া] অতিশয় আবশ্যক। বিনা কারণে লোকে কখন ইচ্ছাপূর্ব্বক বিদ্রোহে অনুরক্ত হয় না তবে নির্ব্বোধ লোকেরা তিলপ্রমাণ লোকে[...] তালপ্রমাণ জ্ঞান করিতে পারে। যাহা হউক, বিদ্রোহের কারণ অন্বেষণ করিয়া তাহার উন্মূলনকরা অবশ্য কর্ত্তব্য হইয়াছে যে কারণে বিদ্রোহ ঘটনা হউক, যে গবর্ণমেণ্টের অধিকারমধ্যে বিদ্রোহ ঘটে তাঁহা[রা] কলঙ্ক ভাজন হন সন্দেহ নাই। দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের অধিকার মধ্যে পুনঃ পুনঃ বিদ্রোহ ঘটিতেছে। যে গৃহের ক[...] নিজপরিবারস্থ যাবতীয় ব্যক্তির হৃদয় অবগত হইয়া সমগ্র রূপে কার্য্য নির্ব্বা[হ] করেন, সে গৃহে কি বিবাদ বিদ্রোহ প্রকাশি[ত] দৃষ্ট হয়?

গবর্ণমেণ্ট ঘোষণার তাৎপর্য্য উপরে উল্লিখিত হইল; কিন্তু ইংলিসম্যান সম্প্র[...]ক শুনিয়াছেন জেনেরল সণ্ডার্স এ[...] কথা প্রচার করিয়া দিয়াছেন যে ব্যক্তি বিদ্রোহির অধিনায়কদিগকে ধরিয়া দিতে পারিবেন তাঁহাকে হাজার টাকা পুরস্কা[র] দিবেন এবং গ্রামের প্রধান ব্যক্তি ব্যতি[...]রিক্ত অন্য যে সকল লোকে শরণাগত হ[...] যে তাহাদিগকে নিঃসংশয় ক্ষমা করা হ[ই]বে, কিন্তু তদ্বিষয়ে প্রতিভূ হইবেন। এ[...]ষাদ যদি সত্য হয়; জেনেরল সণ্ডার্সে[...] গবর্ণমেণ্টের ঘোষণা বাক্য বিকৃত করা হ[ই]য়াছে। গ্রামের প্রধান ব্যক্তিরা অভয়দা[ন] না পাইলে কি বিনা শোণিতপাতে দ্বারা বিদ্রোহ শান্তি সম্ভাবনা আছে? গ্রামে[...]

আমার নিকট হইতে শিরোনামা সকলের মর্ম্ম-জানিয়া ডাকঘর হইতে [illegible] কিঞ্চিৎ বেতন লাভ করে।

ইংলণ্ডে কাগজের উপর কর হ্রাস হও রাতে বহুসংখ্য অভিনব পত্র প্রকাশিত হইতে আরম্ভ হইয়াছে, যে পত্র এখানে এক আনা মূল্যে বিক্রীত হয়, কলিকাতায় তদনুরূপ পত্রের মূল্য আটআনা। গ্রাহক মণ্ডলীর আধিক্যই এই অল্পমূল্যের কারণ। লণ্ডনের 'ডেলি টেলিগ্রাফ' নামক সমাচার পত্র প্রতি [illegible] একলক্ষ ত্রয়চত্বারিংশৎ কাপি বিক্রী হয়। [illegible] পত্র সকল কেবল ডাকের দ্বারা বিতরিত [illegible] একত নহে, [illegible] দোকানে [illegible] কাগজ [illegible], তামাক বিক্রে-[illegible] দোকানে। উহা বিক্রীত হয়। [illegible] দেশীয় লোকেরা আগ্রহ চট

১ই মার্চ।

[illegible] গণ্ডগোল দুইচারি দি-[illegible] এমনি বিষম হইয়া উঠিয়াছিল যে [illegible] ধৃত ও কারাবদ্ধ ক-[illegible] পারিস নগরের অনেক গুলি [illegible] উপক্রম করিয়াছিলেন। [illegible] সম্রাট স্বীয় ব্যব-[illegible] স্বীকার করি-[illegible] সম্বন্ধে তাঁহার [illegible] বীর [illegible] মত-[illegible] নেপোলিয়ন ব্যবস্থাপক সমা-[illegible] করিয়া নিজের মান [illegible] করিয়াছেন। মন্তোর্বা সেনাপতিকে অতিরিক্ত বৃত্তি প্রদত্ত হইবে না। কিন্তু সম্রাটের [illegible] তাকে ধন্যবাদ। তিনি সমাজে এমত প্রস্তাব করিয়াছেন যে যে সকল ব্যক্তি বিশেষ যুদ্ধ নৈপুণ্য প্রকাশ করিবে, তাহাদিগকে সম্রাটের ইচ্ছাক্রমে পুরস্কার দিবার নিমিত্ত প্রতিবর্ষে রাজকোষে পৃথক ধন সঞ্চিত হয়। এই প্রস্তাব গ্রাহ্য হইবার সম্ভবনা আছে। যদি গ্রাহ্য হয় তবে সম্রাট ব্যবস্থাপক সমাজের সম্মতি না লইয়া অনায়াসে মন্তোর্বার ন্যায় দশব্যক্তিকে পুরস্কার দিতে পারিবেন। এক্ষণে কেবল একটি প্রশ্ন লইয়া কথঞ্চিৎ বিতণ্ডার সম্ভাবনা আছে;— ফরাসীশ সৈন্যেরা সংপ্রতি রোমনগর পরিত্যাগ করিবে কি না? কুমার নপোলিয়ন্ এমত অভিপ্রায় প্রকাশ করেন, রোমের সহিত সংপ্রতি সংস্রব রাখিবার আবশ্যকতা নাই, কিন্তু অন্যান্য সভ্য (যাঁহাদিগকে ইংরেজী সম্পাদকেরা সম্রাটের বংশী স্বরূপ বলেন) কহেন যে যাবৎ রোমে বিপ্লব ঘটিবার সম্ভাবনা নিরাকৃত না হয়, তাবৎ সৈন্য সকল তথায় থাকিবে। ইহাতে ইংরেজেরা নিতান্ত অসন্তুষ্ট। এইবিষয়ে টাইমস্ সম্পাদক সেদিবস সম্রাটের প্রতি শ্লেষোক্তি পূরিত এক প্রস্তাব প্রকাশ করেন। বস্তুতঃ ইংরেজ ও ফরাসীশেরা মনের মধ্যে নিষ্কোষিত তরবারি প্রকাশিত রাখিয়া পরস্পর এ কেমন মহাশয় [illegible] আছেন ত, এইরূপ সম্ভাষ করিয়া থাকেন। ইটালি [illegible] পূর্ব্বমন্ত্রী রিকাসোলি মন্ত্রিত্ব ত্যাগ করাতে ইংরেজেরা বলেন যে ফরাসী সম্রাট বিকটর এমান্যুএলকে কুপরামর্শ দিয়া থাকিবেন তাহাতেই ইটালির মহারাজের সহিত ইংরাজের মনোমালিন্য নয়।

আমেরিকার ফেডেরলেরা (উত্তর আমেরিকার লোকেরা) কনফেডিরেটদিগের ক্রমিক জয় লাভ করিতেছে। গত ১৬ই ফেব্রুআরি ডনেলসন নামক কনফিডরেট দুর্গ ১৫০০০ বন্দী ও বহুবিধ যুদ্ধসামগ্রী সহিত ফেডেরলদের হস্তগত হইয়াছে, তিন দিন যাবৎ ঘোরতর সংগ্রাম হওয়াতে ফেডেরলদের পক্ষে ৩০০ হত, ৩০০০ আহত, এবং ১০০ ব্যক্তি নিরুদ্দেশ হইয়াছে। বিপক্ষের ক্ষতি অবশ্য সমধিক, তৎপক্ষীয় [illegible] ৫০০০ সৈন্য সহ নিশাযোগে পলায়ন করিয়াছে। কম্বল ও নদীতীরে ৮০০০০ ফেডেরল্ সৈন্য প্রস্তুত আছে। লার্ড পামর্ষ্টন এমত অভিপ্রায় ব্যক্ত করেন যে ইংলণ্ড আমেরিকা বিষয়ে নিরপেক্ষ থাকিবে, ইহাতে ফেডেরলেরা মহান আনন্দ প্রকাশ করিয়াছে। ইংরেজদের অনুমান এই যে তিন চার মাসের মধ্যে আমেরিকার যুদ্ধ শেষ হইবে, এবং সম্ভবতঃ দাসদিগের দাসত্বমুক্তির পথও পরিষ্কৃত হইবে।

[illegible] হইল যে ট্রামওয়ে কোম্পানির অধ্যক্ষেরা অবিলম্বে ভারতবর্ষের নানাস্থানে ট্রামওয়ে প্রস্তুত করণার্থ বণিকলোক প্রেরণ করিবেন।

[illegible] বৎসর ইংলণ্ডে শীতের প্রাদুর্ভাব [illegible] তাপ।

লণ্ডন ১১ই মার্চ ১৮৬২।

শ্রীউমিচাঁদ গুপ্ত[illegible]

বিবিধ সংবাদ।

১৩ই বৈশাখ সোমবার।

আমরা [illegible] গিয়াছিলাম অযোধ্যার [illegible] ওয়ে কেবল রুপি কাগজে উঠিয়া বন্ধ হইয়[illegible] এক্ষণে জানা যাইতেছে কোম্পানি শীঘ্র [illegible] করিবেন। তন্নিমিত্ত কয়েকজন ই[illegible] নিয়র [illegible] অন্য কর্ম্মচারী নিযুক্ত হইয়[illegible]ছেন।

সর কর্ণ[illegible] ক্লার্ক সর [illegible] ফ্রিচারের [illegible] হইবার পূর্ব্বে বোম্বাই ত্যাগ করিয়াছেন। [illegible] বার্টল ফ্রিয়ার [illegible] সময়ে [illegible] হই[illegible] গিয়াছেন।

তিন জন ইউরোপীয় জালকারী [illegible] ক্রফোর্ড, গিলবার্ট স্কট ও [illegible] আন্দামান দ্বীপে প্রেরিত হইয়াছে। [illegible] নীলগিরি পর্ব্বতে পাঠাইবার কথা ছিল [illegible] তাহারা স্বেচ্ছাপূর্ব্বক আণ্ডামানে গিয়া[illegible] [illegible] দিবিবন্ধ [illegible] ইউরোপীয়দিগে[illegible] জন্য সাধারণের এত ব্যয় হইত না।

ই[illegible] পারিবারিক সংবাদ [illegible] মহেশ্বরীর জ্যেষ্ঠ পুত্র [illegible] চরিত্র দোষের বিষয় লিখিয়াছেন। রাজকুমা[illegible] আলবার্ট ও ইংলণ্ডেশ্বরী [illegible] সর্ব্বদা [illegible] সঙ্গে র[illegible] এবং কোন প্রকারে [illegible] স্ত্রীলোকের সহিত আলাপ করিতে দিতে[illegible] না, তথাপি রাজকুমার একটি সামান্য [illegible] লোকের প্রতি আসক্ত হইয়াছেন। তাঁহা[illegible] তন্নিমিত্ত মিসর দেশে প্রেরণ করা হইয়াছে[illegible] রাজার এ দোষ বড় অনর্থের হেতু হয়।

বোম্বাই নগরে [illegible] রিবিংটন না[illegible] এক ব্যক্তি এক হোটেলে চুরি করিয়া ধৃত [illegible] হইয়াছে।

যে দুই জন ষ্টেশন মাষ্টরের দোষে [illegible] [illegible] বাষ্পীয় শকটে ধাক্কা লাগি[illegible] তাহা জ্ঞাত হইয়াছে তাহারা উভয়ে পলা[illegible] করিয়াছে। তাহারা ধৃত হইলে গুরুতর [illegible] পাইবে।

অযোধ্যাগেজেটের কলিকাতাস্থ সং[illegible]

ত্তা লিখিয়াছেন সম্প্রতি হেরল্ড অব ইণ্ডি- পত্রে মুরসিদাবাদের নবাবের বিরুদ্ধে যে কল প্রস্তাব লিখিত হইয়াছে তাহা স্বয়ংপূর্ব্ব সিডেণ্ট কর্নেল মেকিঞ্জি লিখিত। আমরা ত দিনের পর এই কথা জানিতে পারি- ম।

ক্লুদবুক সোসাইটি ও অনুবাদক সমাজ কত্রিত হইয়াছেন।

হিন্দু পেট্রিয়ট সম্পাদক শ্রবণ করিয়াছেন বু হীরালাল শীল মুরসিদাবাদের নবাবের মস্ত, ও মুন্সী আমীর আলী গবর্ণর জেন- রের দরবারের উকীল হইয়াছেন।

উক্ত সম্পাদক যথার্থ রূপে কয়কর পত্রকে পাপের করকর, বলিয়াছেন; ওঁকপকার কর্ত্তার লেখা দর্শন করিলে এই কথা অনু- ক বলিয়া বোধ হয় না।

[illegible] সাহেবের অবসর্গে ভারতবর্ষীয় সভা [illegible] সভা হয়, তৎপ্রসঙ্গ করিয়া দেখ অব [illegible] বলেন তথায় কাশিও সভার ন্যায় [illegible] ও 'বিশৃঙ্খল' ঘটিয়াছিল। পেট্রি- [illegible] সম্পাদক তদ্বিষয়ে বলিয়াছেন তাহা স [illegible] মিথ্যা। কেও অন ইণ্ডিয়া ক্রমশঃ পূর্ব্ব [illegible] হইয়া অনুকূলে মত হইতেছেন।

[illegible] সম্প্রতি বিস্তর ব্যয় করি- [illegible] সমারোহে এক বারইয়ারি পূজা হইয়াছে, [illegible] আবদালাই উহাদের উ- [illegible] সাহেবের বিষয় এই অনেকে নাকে [illegible] অর্দ্ধেক ব্যবস্থা করিয়াছেন। [illegible] বলা করিবা তত্রস্থ হরিবিল দলের কেহ [illegible] সহায়তা করেন নাই আমরা [illegible] অপব্যয় দূর হইতে দেখিব।

ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট ভ্রোক্সর্ণির খাত্রা- [illegible] কে [illegible] সেবা যেরূপ পুরস্কারের স্বরূপ [illegible] টাকা দিয়াছেন। হারিরি সাহেব দল বং [illegible] আপিস দলের কর্ম্মচারিদিগকে [illegible] যে অনুরোধ করেন তাহা [illegible] হইয়াছে।

বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের প্রার্থনা [illegible] তাঁহাকে ২৪ পরগণার জেলে প্রেরণ [illegible] হইয়াছে। হুগলিতে তাঁহার অনেক প্র- [illegible] কহিয়াছে অতএব তন্মধ্যে মর্য্যাদিতি [illegible] তাঁহার পক্ষে বিশেষ কষ্টকর হওয়াতে [illegible] প্রার্থনা করা হয়

[illegible] ন মত লণ্ডনস্থিত একজন আ- মেরিকার বণিক তত্রস্থ দরিদ্র ব্যক্তিদিগের উপকারার্থে পনর লক্ষ টাকা প্রদান করিয়াছেন। [illegible] একত্রিত নিজ জন্মস্থান বাল্টিমোরে বিদ্যালয় পুস্তকালয় প্রভৃতি স্থাপন করিয়াছেন, একপ অনেক অনেকস্থলে দেখা গিয়াছে অনে কে মৃত্যুকালে সৎকার্য্যের জন্য অনেক অর্থ দা ন করিয়াছেন, কিন্তু জীবিতকালে এক পয়সাও দেন নাই।

কয়েক জন পারসীর প্রার্থনানুসারে সর বার্স পিকক পারসিবন্দীদিগকে কারাগারে জুতা পায় ও টুপি মাথায় দিবার আজ্ঞা করি য়াছেন।

১১ই বৈশাখ মঙ্গলবার।

ভারতবর্ষের পোষ্ট মাষ্টর জেনরল ডাক্তর পাটনের পেন্সন লইবার সময় উপস্থিত হই- য়াছে কিন্তু তিনি নিয়মানুসারে ৩০০০ টাকা জরিমানা দিয়া নিজ কর্ম্মে থাকিবার অনুমতি প্রার্থনা করিয়াছেন। কেহ জরিমানা দিয়াও থা- কিতে পারিলে মহালাভ জ্ঞান করেন, আবার কাহাকে খোসামোদ করিলেও থাকেন না।

মান্দ্রাজের মিউনিসিপাল কমিসনরেরা তত্রত্য রাস্তা সকলে জলসেচন করিবার জন্য কলিকাতা হইতে কয়েক খানি জলের গাড়ি লইয়া গিয়াছেন: এখান কার কমিসনরেরা কিছি উঠাইয়া জলের গাড়ি না করেন কেন?

সম্প্রতি সামরিক বিচারালয়ে বহু সংখ্য ব্যক্তির গুরুতর দণ্ডবিধান হইয়াছে নিম্ন লি- খিত সৈনিক পুরুষেরা দণ্ড পাইয়াছে।

গাবর নামক এক জন সামান্য সৈন্য প্র হরির কার্য্য করিতে করিতে পলায়ন ও তাহার প্রধানতর আফিসরকে প্রহার করাতে তাহার চারি বৎসর কাল কঠিন পরিশ্রম সহ কারাবা- সের আদেশ হইয়াছে।

৯৮ গণিত হাইল্যাণ্ডারদলের এক ব্যক্তি এক স্ত্রীলোকের চরিত্রনষ্ট করিবার চেষ্টা পাও য়াতে তাহার সাত বৎসর মেয়াদ হইয়াছে।

১১ [illegible] দলের একজনেরও তাহার সে- নাপতিকে গালি দেওয়াতে তাহার ৫০ বেত ও দুই বৎসর কারাবাসের আদেশ হইয়াছে।

৭৫ গণিত দলের ডুইলটার সুরাপানে উ- ন্মত্ত হইয়া সেনাদিগকে গালি দেওয়াতে তা- কে দুই বৎসর কারাগারে থাকিতে হইবে।

১৯ গণিত দলের সিলভর্স সুরাপানে উ- ন্মত্ত হইয়া সেনাপতিকে গালি দেওয়াতে ও তাঁহাকে ঘোড়া হইতে টানিয়া ফেলিয়া দেও য়াতে তাহার ১১ বৎসর মেয়াদ হইয়াছে।

এনসাইন হিল সেনাদলের সামান্য সৈ- নিক পুরুষদিগের সহিত সুরাপান ও নানা প্রকার কুব্যবহার করাতে তাঁহাকে পদচ্যুত করা হইয়াছে। সর হিউ রোজ যে প্রকার আ- রম্ভ করিয়াছেন আর কিছুকাল ঐরূপ করিলে সেনাদল শাসিত হইবে সন্দেহ নাই।

মান্দ্রাজে বাইকাউণ্ট করাসীনামক এক জন করাসী জাল করিয়া ধৃত হইয়াছে। এই ব্যক্তি আপনাকে এক জন প্রধান বংশীয় করাসী বলিয়া পরিচয় দিয়া ঐ স্থানের সমা- জের প্রধান প্রধান ব্যক্তির সহিত বন্ধুতা করে। কিয়দ্দিবস হইল সে অপরিমিত ব্যয় ও মহা ধুম ধাম করে, পরে এক দিন জাল করিয়া বিচারালয়ে প্রেরিত হইয়াছে। উহার প্রতি অদ্যাপিও কোন দণ্ডের আজ্ঞা হয় নাই।

মান্দ্রাজের ব্যবস্থাপক সভার অবৈতনিক স- ভাগণ মান্যবর (অনরেবল) এই উপাধি প্রাপ্ত হইয়াছেন। কিন্তু ক সম্পাদক বলেন সভা স- লেই তাঁহারা ঐ উপাধি দ্বারা আহূত হইবেন কিন্তু সভার বাহিরে তাঁহাদিগকে ঐ উপাধি দ্বারা সম্ভাষণ করা উক্ত সম্পাদকের অভি- মত নহে। ইংলণ্ডীয় মহাসভার সভ্যেরা স- ভার বাহিরেও এই উপাধি ধারণ করিয়া থাকেন।

উক্ত পত্রের লণ্ডনস্থিত সংবাদদাতা ইং- লণ্ডেশ্বরীর দয়ালুতা ও ধর্ম্মিষ্ঠতার এক দৃষ্টান্ত প্রদর্শন করিয়াছেন। তাঁহার বালমোরাল অন্ত- বর্ত্তনের নিকটবর্ত্তি এক দরিদ্র স্ত্রীলোক পীড়ার্ত্ত মৃতবৎ হওয়াতে এক জন পুরোহিতকে আ- নয়ন করিবার জন্য লোক পাঠান হয়। একটী স্ত্রীলোক বহুক্ষণ পর্য্যন্ত ধর্ম্ম পুস্তক পাঠ ও নানাপ্রকার সন্তোষকর বাক্য দ্বারা মুমূর্ষু ব্য- ক্তির মনোরঞ্জন করিতেছিলেন। পুরোহিত গৃ- হমধ্যে প্রবেশ করিয়াই অমনি থামিলেন। ঐ স্ত্রীলোকটি বলিলেন মহাশয় থামিয়া থাক কর্ত্তব্য কর্ম্ম করুন। পুরোহিত দেখিয়া বিস্ম- য়াপন্ন হইলেন, যিনি সামান্য স্ত্রীলোকের ন্যায় দরিদ্র মুমূর্ষু ব্যক্তির গৃহে ধর্ম্ম পুস্তক পাঠ করিতেছিলেন, তিনি মহাবল পরাক্রান্ত ই-

রাজন্যদিগের ঈশ্বরী। ইংলণ্ডেশ্বরী এই গুণে প্রজাদিগের আরাধ্য হইয়াছেন।

এক ব্যক্তি আপনাকে লেপ্টনেন্ট ডগলাস বলিয়া পরিচয় দিয়া উইপার্ট নামক এক জন হোটেলরক্ষকের নিকট হইতে অনেক বস্তু লইয়া গর্ডন ষ্টুয়ার্ট কোম্পানির নামে এক চেক দেয়। উক্ত কোম্পানি চেকের টাকা দেন নাই। উইপার্ট লেপ্টেনেন্টের নিকটে নগদ টাকা লইতে আসিয়া দেখেন সে প্রস্থান করিয়াছে। উক্ত ব্যক্তি অদ্যাপিও ধৃত হয় নাই। ইউরোপীয় ধূর্ত্তের সংখ্যা ক্রমশঃ বৃদ্ধি হইতেছে।

ইংলিসম্যান সম্পাদক শ্রবণ করিয়াছেন, মেডিকাল ইনস্পেক্টর জেনরল ডাক্তর বার্থি শাও ডাক্তর কর্‌সিথের কর্ম্মে ও ডেপুটি ইনস্পেক্টর জেনরল ডাক্তর ডিক্সন ডাক্তর বাকিলণ্ডের পদে প্রতিষ্ঠিত হইয়াছেন।

গত কল্য ছোট আদালতে গাম্পার নামক এক ফিরিঙ্গি ও তাহার স্ত্রীর নামে ৫০ টাকার নালীশ হইয়া ডিক্রি হওয়াতে বিবি গাম্পার বলিলেন আমার স্বামীর কর্ম্ম নাই কি প্রকারে আমরা এই টাকা দিব? জজ বুলনয় বলিলেন তুমি যাইয়া তাহার উপায় দেখ।

অমৃতসরে টাকায় ১৩ সের শস্য বিক্রয় হইতেছিল দিল্লীগেজেট সম্পাদক বলেন কিয় দিবসের মধ্যে টাকায় ৩৭ সের হইয়াছে। অনেক আমদানী ইহার কারণ।

উক্ত সম্পাদক আরও বলেন মহারাষ্ট্রের প্রধান জ্যোতির্ব্বিদ্ বাবু গোপদেব শাস্ত্রী প্রচলিত সংস্কারের বিপরীত প্রণালীর অনুসরণ করাতে তাঁহার আত্মীয়েরা তাঁহাকে সমাজচ্যুত করিয়াছেন।

এক জন ফরাসী উক্ত পত্রে লিখিয়াছেন তিনি সপাটুর নিকটে এক কয়লার আকর বাহির করিয়াছেন। সংপ্রতি [illegible] কয়লার আকর থাকে, উক্ত [illegible] রেলওয়ের রাণীগঞ্জ হইবে।

পেসোয়ারস্থ সেনাদিগকে প্রস্তুত থাকিবার আজ্ঞা দেওয়া হইয়াছে। আমাদিগের গবর্ণমেণ্ট আবার পারস্য যুদ্ধে লিপ্ত হইলেন না কি?

১৮ই বৈশাখ বুধবার।

লণ্ডনে নূতন একটী কোম্পানি হইয়াছেন, এ কোম্পানির উদ্দেশ্য এই উঁহারা রেইলওয়েতে দ্রব্যাদি আনিয়া ষ্টেসনে পৌঁছিয়া দিবার নিমিত্ত রাস্তা প্রস্তুত করিবেন। শাখা রেইলওয়ে প্রস্তুত করিবার জন্যও আর এক কোম্পানি হইয়াছেন। এইরূপ কোম্পানি কর্ত্তৃক দেশের যথার্থ উপকার দর্শিবার সম্ভাবনা।

ফিনিক্স পত্রে এক জন আক্ষেপ করিয়াছেন টাঁকশালের কর্ম্ম চারিয়া পুরাতন পোদ্দারদিগকে পয়সা না দিয়া নূতন লোকদিগকে দিতেছেন। গবর্ণমেণ্টের আজ্ঞার বিরুদ্ধে কাজ করা টাঁকশালের অধ্যক্ষেরা গৌরবের বিষয় জ্ঞান করেন।

উক্ত পত্রের ভাগলপুরের সংবাদদাতা কহেন তাঁহার এক বন্ধু সাঁওতাল দিগকে খ্রীষ্ট ধর্ম্মাবলম্বী ও সভ্য করিতে গিয়া সেখা নামক এক বৃক্ষ দেখিয়াছেন। তাহার ছাল সিঙ্কোনা বৃক্ষের ন্যায়। পত্র প্রেরক অনুমান করেন এই গাছে কুইনাইন হইতে পারে। উক্ত ডাক্তর দ্বারা ইহার পরীক্ষা করা উচিত।

দিল্লীগেজেটে লিখিত হইয়াছে ১৮৫৭ অবধি দিল্লী পর্য্যন্ত যে রাস্তা আছে তথায় ভয়ানক দস্যুভয় হইয়াছে। তাহারা নির্ভয়ে এতদ্দেশীয় ও ইউরোপীয় উভয়েরই সম্পত্তি লুঠ করিতেছে। আশ্চর্য্যের বিষয় এই পুলিশ কর্ম্ম চারিরা এবিষয় জানিয়াও জানেন না।

উক্ত পত্রের কাবুলস্থিত সংবাদদাতা কহেন আমীর দোস্ত মহম্মদ খাঁ। সেনারা তাঁহার অবাধ্য হইয়াছেন। রসদ নাই এই হেতু নিজে সেনাপতিত্ব গ্রহণ করিয়া কান্দাহারে যাইতেছেন। দোস্ত মহম্মদ বলেন "আমি যদি জীবিত থাকি, হিরাট অধিকার করিব"। এই সময় অধিকার না থাকিলে পারস্য সেনারা কাবুলে প্রবেশ করিতে সাহসী হইত না।

মান্দ্রাজ টাইমস সম্পাদক শ্রবণ করিয়াছেন মহীশূরের রাজাকে তদীয় পৈতৃক রাজ্য প্রত্যর্পণ করা হইবে না। আবার গবর্ণমেণ্ট এ সকল বিষয়ে উপেক্ষা করিতেছেন কেন?

১৯এ বৈশাখ বৃহস্পতিবার।

[illegible] সম্পাদক লিখিত রেজিমেণ্টের এতদ্দেশীয় সেনাদিগকে উঠাইয়া দেওয়া হইয়াছে। ইউরোপীয় সেনাদল কবে ফিরিয়া আসিবে?

এক্ষণে অনক্রাফ্ট রেবেনিউ বোর্ড উঠাই[illegible] দিবার আজ্ঞা হইয়াছে। বোর্ড কেবল অ[illegible] সিবিলিয়ানদিগের বিশ্রাম স্থান।

সংশোধিত শুল্কের আইন গত [illegible] বিধিবদ্ধ হইয়া নিম্ন লিখিত পদার্থ [illegible] শুল্ক হইতে মুক্ত হইয়াছে। অমুদ্রিত স্বর্ণ রৌপ্য, হীরক, মুক্তা, [illegible], অশ্ব প্রভৃতি জীবিত [illegible] সকল, [illegible], কয়লা, ইট, [illegible], প্রস্তর, [illegible], পাট [illegible], চর্ম্ম, পুস্তক, কাগজ [illegible] এবং যখন কোন কৃষি [illegible] স্বীকার নহেন। [illegible] এ বিষয়ে বিশেষ দূরদর্শিতা প্রকাশ করিয়া[illegible]ন।

বিহারের নিকটবর্ত্তি স্থানে [illegible] লৌহ[illegible] আকর বাহির হইয়াছে। [illegible] এই আবিষ্ক্রিয়া হইয়াছে। [illegible] একটি সাধারণ [illegible] দিয়া লৌহ পরিষ্কৃত করিয়া প্রশংস[illegible] বলিয়াছেন।

লাহোরের চিকিৎসা বিদ্যালয়ে [illegible] বাৎসরিক পরীক্ষা হইয়াছে [illegible] ২৭ জন হিন্দুস্থানী শ্রেণীতে পাঠ করিতেছেন।

[illegible] বাঙ্গালি [illegible] বিদ্যালয়ে [illegible] এবং [illegible] বি. এল উপাধি প্রা[illegible] হইয়াছেন, [illegible] জন পরীক্ষার্থীর মধ্যে [illegible] উত্তীর্ণ হইয়াছেন। [illegible] অনেক অগ্রসর হইয়াছে[illegible]

[illegible] বিদ্রোহ হওয়া[illegible] মহারাজা [illegible] বিদ্রোহিদিগকে আক্র[illegible] করিয়া দমন করিয়াছেন। রাজা নিজ [illegible] নূতন পুলিস স্থাপন করিবেন, তন্নিমিত্ত [illegible] ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের নিকট দুই জন ইউরোপীয় পুলিস কর্ম্মচারি চাহিয়াছেন। [illegible] রাজা দেশের অনেক উন্নতি সাধন করিয়াছেন। তথায় অনেক [illegible] ও সাধারণ [illegible] বিদ্যালয়, [illegible] আকাঙ্ক্ষা ও নানা প্রকার শিল্প বিদ্যার চর্চা হইতেছে। রাজা রেইলওয়ে প্রস্তুত করিবার জন্য যত্নবান আছেন। সভ্যতার স্রোত আর কোথায়ও বদ্ধ থা[illegible] না।

সিঙ্গাপুরে এক্ষণে আর ওলাউঠার প্রা[illegible]ব নাই। তজ্জন্য চীনেরা পরমেশ্বরের নি[illegible] কৃতজ্ঞতা প্রকাশার্থ তিন দিবস নি[illegible]যামী দীপমালায় সুসজ্জিত করিয়াছিল।

চীন দেশ হইতে সংবাদ আসিয়াছে এক্ষ[illegible]দে বিদ্রোহীদিগের সহিত ইংরাজ ও ফরাশী সেনাদিগের সর্ব্বদা যুদ্ধ হইতেছে। সম্প্রতি সিংহে নামক নগরের নিকটে ৭৮৮০ বিদ্রোহীকে আক্রমণ করিয়া ৭০০ ব্যক্তিকে বধ ও ৩০১ কে বন্দীভূত করা হইয়াছে। বিদ্রোহীরা অ[illegible]নক অত্যাচার করিতেছে। আশ্চর্য্যের বিষয় এই অনেকে তাহাদিগকে "খৃষ্টীয়ান ও ধার্ম্মিক বলিয়া ছিলেন।

[illegible] পত্রে লিখিত হইয়াছে করাচি[illegible] যে ব্যক্তিকে নানা সাহেব বলিয়া ধৃত করা হয় তাহাকে বোম্বাইতে প্রেরণ করা হইয়াছে। একণ অভিপ্রায় প্রকাশ করা হইয়াছে তথায় তাহাকে মুক্ত করা হইবে। তাহার কষ্টের ক্ষতি পূরণ কে করিবে?

কুচবিহারে এবার ৮৮,০০০ টাকার মাত্র [illegible] উত্তোলন কর হইয়াছে। ইজারদারকে এবার ক্ষতি গ্রস্ত হইতে হইবে।

লাহোর ক্রনিকেল পত্রে দৃষ্ট হইল সম্প্রতি পেসোয়ারে এক ভয়ানক ভূমিকম্প হইয়াছে।

২৭এ এপ্রেল রামপুর বোয়ালিয়ার লোকেরা এক সভা করিয়া গ্রান্ট সাহেবকে এক এড্রেস দিয়াছেন।

আমেরিকার এক ব্যক্তি রসায়ন বিদ্যা দ্বারা দুর্গন্ধিত চূর্ণ বেগজিন প্রভৃতি বারুদে উড়াইয়া দিবার উপায় উদ্ভাবন করিয়াছেন।

ফ্রেণ্ড আব ইণ্ডিয়া সম্পাদক লিখিয়াছেন "এতদ্দেশীয় ব্যবস্থাপক দিগের প্রতি বিদ্রূপ করা একণে প্রথা হইয়াছে। কিন্তু বিবেচক দর্শক মাত্রেই ক্ষুদ্র বুদ্ধি ও স্বার্থপরতা ত্যাগ করিয়া ভারতবর্ষের শ্রীবৃদ্ধি দর্শন করিতে ইচ্ছুক হইলে বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভার বাবু প্রসন্নকুমার ঠাকুর ও রমাপ্রসাদ রায় বিশেষতঃ ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার রাজা দিনকর রাও ও দেবনারায়ণ সিংহের ব্যবস্থাপক কার্য্য দর্শন করিয়া অবশ্যই স্বীকার করিবেন আসিয়ার অভূতপূর্ব্ব শ্রীবৃদ্ধি হইবে [illegible] বেগেওর মুখে একথা আরও ভাল লাগে।"

উক্ত সম্পাদক লিখিয়াছেন পূর্ব্ব বাঙ্গালা দেশ এক জন [illegible] অধীনে রাখিবার প্রস্তাব [illegible] তাহা না করিয়া বরং [illegible] বিদায় দেওয়া কর্ত্তব্য।

২০এ বৈশাখ শুক্রবার।

একণে অনারবল্‌ ট্রেভর সাহেব শীঘ্র ইংলণ্ডে গমন করিবেন। তিনি পুনর্ব্বার নবেম্বর মাসে আগমন করিবেন। এদিকে ৩০এ এপ্রেল বুধবার ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার সেসিয়ন বন্ধ হইয়াছে। রাজা দিনকর রাও, দেবনারায়ণ সিংহ প্রভৃতি স্ব স্ব স্থানে গমন করিয়াছেন।

গবর্ণর জেনরল আজ্ঞা করিয়াছেন ৩১এ জুলাই অবধি টেলিগ্রাফে গালি ও বোম্বাই হইতে গবর্ণমেণ্টের ব্যয়ে ইউরোপীয় সমাচার আসিবে না। সংবাদপত্রসম্পাদকেরা নিজ নিজ ব্যয়ে তাহা করিবেন। লার্ড এলগিন কি ইংলিসম্যানের গালির টেলিগ্রাফে বিরক্ত হইয়াছেন?

টাইম্‌স অব ইণ্ডিয়া জিজ্ঞাসা করিয়াছেন, ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়ের বি, এল উপাধি ধারী ছাত্রেরা কি নিমিত্ত হাইকোর্ট উচ্চতম বিচারালয়ে ওকালতী করিতে [illegible] দিবেন না? যদি ব্যবস্থাজ্ঞতা লইয়া কথা হয়, আমরা নিঃসংশয়ে বলিতে পারি, সুপ্রিম কোর্টের ব্যারিষ্টরেরা প্রেসিডেন্সি কালেজের পরীক্ষোত্তীর্ণ ছাত্রদিগের অপেক্ষা প্রধান হইবেন না। কিন্তু তাঁহাদিগকে সহজে উচ্চতম বিচারালয়ে যাইতে দিলে ইউরোপীয় ও এতদ্দেশীয় বলিয়া প্রভেদ থাকে কই?

চীন দেশ হইতে সংবাদ আসিয়াছে বিদ্রোহীরা সাজে ত্যাগ করিবার ইচ্ছা প্রকাশ না করাতে ফরাশী ও ইংরাজ সেনারা তাহাদিগকে আক্রমণ করিয়া দূরীভূত করিয়াছে।

গবর্ণমেণ্ট বেঙ্গিক নামক জাহাজের সংস্কার করিবার জন্য ২৪,৯৭৬৷৴১০ টাকা দিয়াছেন, ইহার মধ্যে ২১,৬৩৮৷৴১০ নগদ ও ৩,৩৩২ টাকার দ্রব্য দেওয়া হইবে।

সম্প্রতি হাবড়ার রেইলওয়ে ষ্টেসনে প্রায় ১২০০ মজুরে কর্ম্মত্যাগ করিয়াছে। তাহারা বলে লোকোমোটিব (গাড়ি) ডিপার্টমেণ্টের মজুরেরা প্রত্যহ ৮ ঘণ্টা কাজ করে। কিন্তু তাহাদিগকে ১০ ঘণ্টা পরিশ্রম করিতে হয়। কয়েক দিবসাবধি কার্য্য স্থগিত রহিয়াছে। রেইলওয়ে কোম্পানি মজুরদিগের প্রার্থনা পরিপূর্ণ করুন, নচেৎ লোক [illegible]

পূর্ব্ব বাঙ্গলার রেলওয়ে [illegible] আর বড় বিলম্ব নাই। [illegible] ষ্টেসন কর্ম্ম [illegible] তৃতীয় মাত্র বোধ হয়। [illegible] ৩০০ ফুট হইবে। [illegible] দিগে আরোহীরা [illegible] দিবে [illegible] দিবেন, আর [illegible] পৃথক গৃহ হইয়াছে। তৃতীয় শ্রেণির গাড়ি গাড়ির ন্যায়। দোয়েতা রেইলওয়ের তৃতীয় শ্রেণির সকলে রৌদ্র ও বৃষ্টিতে কষ্ট পাইতে হয়, ও বসিবার কষ্ট, কিন্তু ইহাতে সে সকল কষ্ট নাই, ইহার তৃতীয় শ্রেণীর গাড়ি সকল ক্ষুদ্র ক্ষুদ্র কামরায় বিভক্ত, [illegible] দুই খানি বেঞ্চ আছে। আর [illegible] জানালা ও খড়খড়ি আছে। যদি পূর্ব্ব [illegible] রেইলওয়ে কোম্পানি তাহার [illegible] করেন, তাহা হইলে তাঁহাদিগের গাড়িতে আরোহীর সংখ্যা থাকিবে না।

হরীশ্চন্দ্রের সম্পাদক বলেন মহারাজ [illegible] ও রাজা দিনকররাও [illegible] করিয়াছেন।

২১এ বৈশাখ শনিবার।

পূর্ণিয়া হইতে একজন [illegible] লিখিয়াছেন তথায় সম্প্রতি ভয়ানক [illegible] দিয়াছে। এবার [illegible] বিশেষ প্রাদুর্ভাব দেখা যাইতেছে। কয়েক দিবস পর্য্যন্ত [illegible] এ মত বড় হইতেছে যে [illegible] গঙ্গার গাঙ্গীতে আরোহী [illegible] নিষেধ করিয়াছেন।

আমেরিকার গবর্ণমেণ্ট পুনর্ব্বার এক মহাযুদ্ধে জয়ী হইয়াছেন। [illegible] সকল তাঁহাদিগের অধীনস্থ [illegible] বার বোধ হয় [illegible] হইল।

আমরা সমাচার পাইতেছি [illegible] প্রদেশের প্রজাদিগের [illegible] করা হইতেছে এবং [illegible] ভূমি হইতে বহিষ্কৃত [illegible] রেরা অন্যায় কর বৃদ্ধি [illegible] কালেক্টরেরা একপ্রকার তাঁহাদিগের [illegible] তা করিতেছেন। [illegible] গবর্ণর [illegible] হইয়াছে বলিয়া কি [illegible] পাইয়াছেন?

গবর্ণমেণ্ট বঙ্গদেশের বিদ্যাশিক্ষা [illegible] এবার ৭৪ লক্ষ টাকা দিয়াছেন। ইহার মধ্যে অনেক শিক্ষকের বেতন বৃদ্ধি করা হইতেছে শিক্ষকদিগের বেতন বৃদ্ধি করা আবশ্যক, কি[illegible] মঞ্জুরের টাকা যেন ইহাতেই পর্য্যবসিত না হ[illegible]

ইংলণ্ডে একটি স্ত্রীলোক এক কালে তিন[illegible] টি পুত্র প্রসব করিয়াছে। ইংলণ্ডেশ্বরী উ[illegible] স্ত্রীলোককে ৩০ টাকা পুরস্কার দিয়াছেন।

গত কল্য সুপ্রিম কোর্টে নর চার্লস জা[illegible] মকের দম্‌দমে ঈশ্বরের ন্যায় ইউরোপীয় ব[illegible] কারীর বিচার হয়। আসামীর [illegible] উপস্থিত না থাকাতে আগামি সেসিয়নপর্য্যন্ত তা[illegible] স্থগিত রহিল। ১লা জুন দ্বিতীয় সে[illegible] ন আরম্ভ হইবে।

শেষ হইয়াছে। মহারাজ শিবপ্রসাদের সহিত যে দুর্ব্যবহার করেন সভ্যপ্রকাশসম্পাদক তাহা প্রমাণ করিয়া দিয়াছেন। মহারাজের পাঁচ টাকা জরিমানা ও মোকদ্দমার সমুদায় ব্যয় দিবার আদেশ হইয়াছে।

নিম্নলিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ বিক্রয় হইতেছে।

৪ টাকার	শিক্কা	কাগজ	৮৯	৮৯৷৵
৪ "	কোম্পানির	ঐ	৯৩	৯৩
৫ "	ঐ	ঐ	১০০৷৵	১০৪
৫॥	ঐ	ঐ	১১০	১১০॥

কাগজের মূল্য গত সপ্তাহে অতিশয় বৃদ্ধি হইয়াছিল। গবর্ণমেণ্টের চারিকোটি টাকার কাগজ ক্রয় করা হইয়াছে. আমরা শুনি নাই বঙ্গদেশীয় ব্যাঙ্ক কতক কাগজ এই দুর্ম্মূল্যের সময়ে ছাড়িয়া দিবেন। এইমাসের শেষে বাজার নরম হইবে মাল লেয়া সাবধান হইয়া কার্য্য করিবেন।

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা।

২৬এ এপ্রেল শনিবার।

রাজা প্রতাপচন্দ্র সিংহ ব্যতিরেকে আর সকল সভ্য উপস্থিত ছিলেন।

নূতন লেপ্‌টনেণ্ট গবর্ণর বীডন সাহেব সভাপতির আসন গ্রহণ করিয়া ব্যবস্থাপকদিগের নিকট এই অভিপ্রায় ব্যক্ত করিলেন উঁহাদিগের বহুদর্শিতা দ্বারা তিনি সবিশেষ সাহায্য প্রাপ্ত হইবেন।

[illegible] সাহেব জমীদারি ডাকের বিল বিবেচনা করিবার প্রস্তাব করিলেন। সকল জমীদারকেই সকল জমা অনুসারে এবিষয়ে কিছু দিতে হইবে।

করওয়ল সাহেবের প্রস্তাবানুসারে ১৮৫৯ অব্দের ২ আইন সংশোধন বিষয়ক বিল বিধিবদ্ধ হইল। ইহার মর্ম্ম এই অস্থাবরিক দখল ব্যতিরেকে যাহারা ভূমি ভোগ করেন, তাহা গবর্ণমেণ্ট বাজেআপ্ত করিবেন।

করওয়ল সাহেবের প্রস্তাবানুসারে বাঙ্গালা দেশে কর প্রস্তুত করিবার বিল প্রথমবার পঠিত হইয়া সিলেক্ট কমিটির হস্তে অর্পিত হইল তিনি আরও বলিলেন আগামি সভায় [illegible] বিল বিধিবদ্ধ করিবার প্রস্তাব করা যাইবে।

-•-

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

৩০এ এপ্রেল বুধবার।

বঙ্গদেশীয় কোন ব্যবস্থাপক উপস্থিত ছিলেন না। বীডন সাহেব প্রস্তাব করিলেন, ফৌজদারি আইন সংশোধনবিষয়ক বিলের বিষয়ে সিলেক্ট কমিটি যে রিপোর্ট করিয়াছেন তাহা পাঠ করিয়া বিল বিধিবদ্ধ করা হয়।

লেঙ সাহেবের প্রস্তাবানুসারে কাষ্টম নিয়মকল টাক্সসংশোধন বিষয়ক বিল ও লাইসেন্স টাক্স উঠাইবার বিল বিধিবদ্ধ হইল। তিনি বলিলেন ইনকম টাক্স করাইয়া দেওয়াতে ভারতবর্ষীয় সভা এক অনুমোদন পত্র লিখিয়াছেন।

কাণিংহাম সাহেব দণ্ডবিধির কয়েকটি প্রকরণ উঠাইবার বিল বিবেচনা করিবার জন্য প্রস্তাব করিলেন।

যে যে স্থানে দণ্ডবিধানের আইন প্রচলিত হইয়াছে তথায় ১৮৫২ অব্দের ১৬ আইন রহিত করিবার বিষয়ে যে বিল করা হইয়াছে সিলেক্ট কমিটি তদ্বিষয়ে রিপোর্ট করিয়াছেন। হারিংটন সাহেব তাহা সভায় অর্পণ করিলেন।

মান্দ্রাজ অযোধ্যায় গোপনে লবণ প্রস্তুত করে তাহাদিগের দণ্ডবিধানের বিষয়ে যে বিল হইয়াছে। (১৮৪৩ অব্দের ১৪ আইন ও ১৮৫২ অব্দের ৩৩ আইন সংশোধন বিষয়ক বিলে সিলেক্ট কমিটি) যে রিপোর্ট করিয়াছেন তাহা সভায় প্রদান করিবার প্রস্তাব করিলেন।

সভাপতি বলিলেন সভা মংগ্রেস পর্য্যন্ত স্থগিত রহিল।

৩ রা এপ্রেল পর্য্যন্তের ইউরোপীয় সমাচার।

সেনাপতি ম্যাক্‌লেন্‌ [illegible] সেনাদলকে সম্বোধন করিয়া লিখিয়াছেন, যুদ্ধের সময় আসিয়াছে। অসমবিধ কষ্ট ও চেষ্টা পাইতে হইবে, তন্মধ্যে সজ্জিত থাকা কর্ত্তব্য। তাঁহার সেনাদল মানাসাস পর্য্যন্ত গমন করিয়াছিল কিন্তু পথিমধ্যে অত্যন্ত বৃষ্টি ও কর্দ্দম ক্লেশ হওয়াতে তাহারা আলেকজান্দ্রিয়ায় ফিরিয়া আসিয়াছে। যুদ্ধের সমুদায় প্রণালী পরিবর্ত্ত হইয়াছে। বিদ্রোহীদিগের সেনার সংখ্যা ১,৫০,০০০। গবর্ণমেণ্টের সেনারা নিউমাজিদ নগর অধিকার করিয়া সেনাপতি বরণ দ্বারা [illegible] মিসিসিপির ১০ সংখ্যক দ্বীপ আক্রমণ করিয়াছে। কংগ্রেসের বিচারসংক্রান্ত কমিটি সভাপতির কৌন্সিল যুক্ত করিবার প্রস্তাব গ্রাহ্য করিয়াছেন।

ইংলণ্ডেশ্বরী শিল্পপ্রদর্শনী সভা, খুলিবার জন্য কেম্ব্রিজের ডিউক, ক্যান্টরবরির আর্কবিশপ, লার্ড হাই চান্সেলর, ডারবির আরল এবং লার্ড পামর্ষ্টনকে কমিসনর নিযুক্ত করিয়াছেন।

৩১এ মার্চ্চ যে আয় ব্যয়ের হিসাব প্রকাশিত হইয়াছে তদ্দ্বারা জানা যাইতেছে যে অন্যবারে ৬০[illegible] টাকা অধিক আয় হইয়াছে।

[illegible] পরিবর্ত্ত সম্বন্ধে ইটালির মন্ত্রিবর্গ নিয়োগ করা হইয়াছে। রাটেজি রাজকীয় সভার সভাপতি ও অন্যেরা কার্য্য নির্ব্বাহক হইয়াছেন।

ফরাসী সম্রাট প্রিন্স নেপোলিয়ন সভা দর্শন করিবেন বলিয়া বন্দোবস্ত করা হইতেছে। তৎপরে যুদ্ধ জাহাজ সমরবর্গ হইতে তাঁহাকে প্রত্যাগমন করিয়া আনিবে।

ইংলণ্ডের এবং জাপানের সহিত বাণিজ্যবিষয়ক সন্ধির পুনর্ব্বার বন্দোবস্ত হইয়াছে

আতলান্তিক দ্বারা গমনাগমনের পথ করিয়া ভারতবর্ষে আসিবার সুবিধা করিবার উপায় নির্দ্ধারণার্থ পার্লিয়ামেণ্টে যে কমিটি নিযুক্ত হইয়াছেন তাঁহারা অনেক গুলি সাক্ষীর জবানবন্দি লইয়াছেন।

রাজকুমার আলবর্টের স্মরণার্থ কলেজের জন্য ৪,৩০,০০০ টাকা অধিক চাঁদা হইয়াছে।

—•—

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

১০ই এপ্রেল—মানভূমের ডেপুটি কমিশনর [illegible] ফৌজদারি সংক্রান্ত যে সকল মোকদ্দমা নিষ্পত্তি করেন, [illegible] জজ তাহার অধীন [illegible] হইবেন।

২১এ এপ্রেল—[illegible] ছোট নাগপুরের প্রতিনিধি কমিশনর হইবেন। যত দিন তিনি তথায় উপস্থিত না হন তত দিন মেজর জে, এস, ডেবিস ঐ কার্য্য করিবেন।

ডাক্কাহিত কমিসনরের অধীনস্থ ডেপুটি মাজিষ্ট্রেট জে, কোবরণ সাহেব বগুড়া জেলায় মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হইবেন

[illegible] এম, ডুকাস সাহেব সব সাহেব [illegible] কালেক্টর হইবেন।

ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর মৌলবী আ[illegible] বহির জাহানাবাদ বিভাগের ভার প্রাপ্ত হইয়া হুগলী ও বর্দ্ধমান জেলার মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হইবেন।

ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু চণ্ডীচরণ সিংহ মুন্সীগঞ্জ বিভাগের ভার প্রাপ্ত হইয়া ফৌজদারি আইনের ২২ ধারা ও ১৮৫৫ অব্দের ১০ আইনের ১ ধারানুসারে ঢাকা জেলার প্রথম শ্রেণির সরকারির ক্ষমতা প্রাপ্ত হইবেন।

জে, এন, স্মিথ সাহেব ১লা মে এসে পর্য্যন্ত মেডিকেল কালেজের রেজিষ্টারি (কম্পেন্ন [illegible] কিৎসা বিদ্যার) অধ্যাপক হইবেন।

২২এ এপ্রেল—এ, আর, টমসন সাহেব [illegible] কার প্রতিনিধি সিবিল ও সেসিয়ন জজ হইবেন।

এইচ, সি মরসল্ড সাহেব রাজসাহির প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

সি, সি, গারেট সাহেব হুগলীর প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

নিম্ন লিখিত ব্যক্তিরা অবৈতনিক মাজিষ্ট্রেট হইয়া ফৌজদারি আইনের ২২ ধারা ১৮৫৫ অব্দের ১০ আইনের ১ ধারানুসারে [illegible] তীয় শ্রেণির সরকারীর ক্ষমতা প্রাপ্ত হইবেন।

হিউ, মেকলার সাহেব ২৪ পরগণা। জে, [illegible] টেলো সাহেব যশোহর। চৌধুরী [illegible] রাজশিংহ কামরূপ।

বন্দোবস্তে বিশেষ কার্য্যে নিযুক্ত কাপ্তেন [illegible] হেব ১৮২৯ অব্দের ১ আইন অনুসারে [illegible] কিন্ত কমিসনরের ক্ষমতা পাইবেন, এবং [illegible] পুরের রামগড়, হাজারিবাগ, ও লোহারদগা [illegible] ও সম্বলপুর [illegible] মানভূম, [illegible] শাহী ও মেদনাপুর পরগণার [illegible] ও কালেক্টর [illegible] ক্ষমতা, প্রাপ্ত হইবেন।

ঐ.

সম্পাদক মহাশয়!

বোধ করি ঢাকা প্রকাশের পাঠকগণ চা-কর দিগের দুর্ব্ব্যবহার ও কুলিদিগের দুর্দ্দশা বৃত্তান্ত সুন্দর রূপে অবগত হইয়া থাকিবেন। এই হতভাগা (আমি)ই সকল ঢাকা প্রকাশে প্রকাশ করিত। ঢাকা প্রকাশ সম্পাদক আমাকে অনেক উৎসাহ দেওয়াতে আমি তাহাতে লিখিতাম, এবং চা-কর দিগের অত্যাচারণ বৃত্তান্ত লিখিতেছিলাম। তন্মূলক সম্প্রতি আমার যে অবস্থা হইয়াছে ও ঢাকা প্রকাশ সম্পাদক আমার সহিত যে প্রকার নির্দ্দয় ব্যবহার করিয়াছেন, অতিশয় দুঃখিতান্তঃকরণে তাহা আপনাকে জানাইতেছি, সোমপ্রকাশে প্রকাশ করিবেন।

নানাবিধ ইংরাজী সমাচার পত্রিকায় আপনাদের অত্যাচার বৃত্তান্ত অবগত হইয়া চা-কর গণ সমাচারদাতাকে জানিতে চেষ্টিত হইলেন। কাছাড় অতি ক্ষুদ্র জিলা, অল্প পরিশ্রমেই আমার নাম ধাম জানিতে পারিলেন। অনন্তর তাঁহারা এক সভা করিয়া আমাকে ডাকাইয়া আনিলেন এবং আমার নামে অভিযোগ করিবেন বলিয়া ভয় দর্শাইতে লাগিলেন, তাহাতে আমি কিছু মাত্র শঙ্কিত হইলাম না, বরং উচিত উত্তর প্রদান করিলাম, যখন ইহাতেও আমি কাছাড় ছাড়িলাম না, তখন তাঁহারা আমার বিরুদ্ধ মাজিষ্ট্রেট সাহেবের গোচর করিলেন। তিনি (মাজিষ্ট্রেট সাহেব) প্রকাশ্য কাছারিতে আপনার আমলা ও কএক জন উকীল মোক্তারের সাক্ষাতে বলিলেন " চা-করগণ অশ্বারোহী হইয়া ইতস্ততঃ ভ্রমণ করিতেছেন ঢাকা প্রকাশের সমাচারদাতাকে সুযোগে প্রাপ্ত হইলে শিকল দ্বারা ভাল করিবেন, অতএব তাহার পক্ষে স্থানান্তর হওয়া কর্ত্তব্য," আর তোমরা তাহাকে কোন সেরেস্তায় বসিতে স্থান দিও না ও যেন আমার কাছারিতে না আইসে " তৎপরে ডাক মুন্সিকে বলিলেন " ঢাকা প্রকাশের সমাচার দাতাকে ডাক ঘরে আসিতে দিও না সে অতি অসৎলোক " ইহাঁর এই প্রকার বলিবার তাৎপর্য্য এই যে আমি কাছারিতে ও ডাক ঘরে থাকিতে না পারিলে চা-কর দের নামে ফৌজদারীতে যে সকল অভিযোগ হইবে তাহা জানিতে পারিব না ও তাতে সমাচার প্রেরণ করিতে পারিব না। মহাশয়! দুর্ব্বল ব্যক্তি প্রবল কর্ত্তৃক আক্রান্ত হইলে বিচার পাইবার সম্ভাবনা নাই, কিন্তু [illegible] হইয়া ছিলেন.

আমি এই প্রকার [illegible] ঢাকাপ্রকাশ সম্পাদক মহাশয়কে লিখিয়া [illegible] বিষয় লিখাতে করিয়াছি [illegible] উত্তর দেওয়া দূরে থাকুক সংবেদিত পত্রখানাও ঢাকাপ্রকাশে প্রকাশ করিলেন না!! এক্ষণে বিবেচনা করিয়া দেখুন আমি কাহার বলে কাছাড়ে থাকিয়া সমাচার লিখি। যাহার ভরসা করিয়া এতকাল সংবাদ যোগাইলাম। এমন সময় তিনি আমাকে বিপদগ্রস্ত দেখিয়া বিমুখ হইলেন !!! সম্পাদক বাবু যদি এক খানা প্রাইভেট পত্র দ্বারাও আমাকে কিছু উৎসাহ দিতেন তাহাতেও আমি কাছাড় ছাড়িতাম না।

সম্পাদক মহাশয়! আপনি এমন বিবেচনা করিবেন না যে আমি আমার জন্যে এত চিন্তিত হইতেছি! চা-করেরা আমার নামে অভিযোগ করিবার যে ভয় দর্শাইতেছেন তজ্জন্যে আমি চিন্তিত নহি, যদি মিথ্যা কথা লিখিয়া থাকি দণ্ডনীয় হইব। আক্ষেপের বিষয় এই যে আর কেহই চা-কর দের দৌরাত্ম্যের বিষয় সমাচার পত্রিকায় লিখিবেক না। কাছাড়ে যে কএকজন সুশিক্ষিত ব্যক্তি আছেন, তাঁহারা কাছারির কর্ম্ম করেন। সুতরাং এসকল বিষয় লিখিতে সাহসী হইবেন না।

-- মহাশয়! কুলিদের অবস্থা দেখিলে পাষাণবৎ হৃদয়েও করুণোদয় হয়!! পরিশ্রম করিয়া করিয়া কোন২ ব্যক্তির শরীর এমন মলিন ও কৃশ হইয়াছে যে দেখিবামাত্র শরীরের শোণিত শুষ্ক হইয়া যায়!!!*

আমি মান ও প্রাণ ভয়ে সম্প্রতি শ্রীহট্ট আসিয়াছি। শুনিতেছি চা-করগণ এখান হইতে আমাকে ধরিয়া লইয়া যাইবার চেষ্টা করিতেছেন। চেষ্টা করিলে কি হইবেক এ কাছাড় নয়। এখানে দেশ হিতৈষী অনেক লোক আছেন।

এখন আপনাদের নিকট আমার প্রার্থনা এই যে আপনারা যদি দেশের প্রকৃত হিতার্থে সম্পাদকীয় ভারগ্রহণ করিয়া থাকেন যদি পীড়িতের আর্ত্তনাদ আপনাদের স্বাভাবিক ক্লেশপ্রদ হয় তবে আমাকে কাছাড়ে পুনঃ প্রেরণের চেষ্টা করুন আমি যাহাতে কাছাড়ে থাকিয়া নিরুপদ্রবে থাকিতে পারি তাহার চেষ্টা দেখুন, [illegible] জন্য কোন স্থানে সংবাদ [illegible] করুন নতুবা আপনারা [illegible] বাহুল্য।

[illegible] আমি [illegible]

শ্রীহট্ট ৫ই বৈশাখ ১২৭৬।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু।

এতদ্দেশীয়গণের মধ্যে [illegible] পৌত্তলিকতা মহাপ্রতাপে [illegible] র্ষের একাধুল দীন ও [illegible] পৌত্তলিকগণ তাহাদিগের কি [illegible] হিক শক্তি উভয়কে [illegible] নিয়োজিত করিয়া [illegible] তেছে। এখন এ প্রকার হইয়া উঠিয়াছে যে, যে কার্য্যে অনেক যুক্তি [illegible] আলোচনা ও অর্থব্যয় আবশ্যক করে [illegible] হইতে দূরে অবস্থিতি করিতে [illegible] তাহাদের ভাব সকল [illegible] হইয়া গিয়াছে, তাহাদিগের বীর্য্য ও উৎসাহ বিলুপ্ত [illegible] এবং পরাধীন [illegible] আপনাদিগের মধ্যে বিবাদ [illegible] তাহারা [illegible] দুর্ব্বল [illegible] প্রতি সাহস [illegible] অধিক [illegible] সেই প্রকার [illegible] দের [illegible] নিপতিত হইয়াছে [illegible] মত এক্ষণে ব্রাহ্মধর্ম্ম অবতীর্ণ [illegible] ব্রাহ্মধর্ম্ম যে এতদ্দেশের মহোপকার [illegible] তেছেন তাহাতে আর সন্দেহ নাই [illegible] যে এতদ্দেশের সর্ব্বতোভাবে [illegible] বেন ঈশ্বরপরায়ণ ব্যক্তি মাত্রেই [illegible] করিয়া থাকেন। এই ধর্ম্ম [illegible] আচার ব্যবহারের [illegible] সকল প্রচলিত করিতে [illegible] ব্রাহ্মদেরই [illegible] হইবে। [illegible] আমি [illegible] ব্রাহ্মধর্ম্ম পৌত্তলিকতার [illegible] হইয়া [illegible] গণের [illegible] হইয়াছেন। এক্ষণে একটী সংবাদ দ্বারা আপনাকে [illegible] জানাইবার জন্য এই [illegible] পত্রিকা আপনার সমীপে প্রেরণ করিতেছি। মহাশয় বৎসরের প্রথম দিবস উপলক্ষে ব্রাহ্মদিগের একটী উৎসব হইয়া গিয়াছে অবশ্যই অবগত হইয়া থাকিবেন। গত ১১ মাঘে যেমন শ্রীযুক্ত কেশবচন্দ্র ব্রাহ্মানন্দ মহাশয়ই স্বীয় সহধর্ম্মিণীকে [illegible] ব্রাহ্মসমাজের প্রধানাচার্য্য দেবেন্দ্র নাথ ঠাকুর মহাশয়ের বাটীতে লইয়া যান নাই। এই অবসরের উৎসব উপলক্ষে ধর্ম্মে সাহসে সাহসী হইয়া তাঁহার স্ত্রীর কলুটোলাস্থ সেন পরিবারের অপর কতিপয় ব্রাহ্মণ ব ক

[illegible] তথায় উপস্থিত [illegible] । [illegible] প্রধানাচার্য্যের [illegible] সহিত সম্মিলিত হইয়া একত্রে [illegible] কাধ্যাদি কার্য্য নির্ব্বাহ [illegible] । [illegible] বলেন্দ্র ভবে এরূপ হবে যখন [illegible] ইহার কন্যাগণও " পৌত্তলিকদিগের বধূ হইয়া [illegible] গিয়ার উপস্থিত [illegible] [illegible] দিবে, পরস্পরের [illegible] মুক্ত করিবে এবং এক বংশ হইয়া [illegible] আত্মাদিগকে নানাবিধ প্রদান করিবে। [illegible] পরিবারের উল্লিখিত ব্রাহ্মগণের [illegible] করিয়া একেশ্বর অবিচ্ছিন্ন [illegible] ক্রমে শুভ কর্ম্ম নিষ্পাদনার্থে [illegible] দিয়া [illegible] করেন। তাঁহার [illegible] দুষা লোক তাকে আপনাদিগের [illegible] রূপে পীড়ন করিতে দিবেন। [illegible] আক্রোধান কর, আপনাদিগের [illegible] হও, সংসারী ব্যক্তির তরে [illegible] আত্মার [illegible] করিও না।

[illegible] সেন বাবুগণ দেশহিতৈষী [illegible] প্রতি এখন বড় [illegible] হইয়াছেন। তাঁহারা কেশব বাবুর মানস যাহাতে সুসিদ্ধ না হয় এমন অনেক আয়াস পাইয়াছিলেন, তাঁহার প্রতি [illegible] পর্যন্ত করিয়াছিলেন, বাড়ীতে পাল্কী আসিতে দেন নাই, এবং কর্ত্তারা ও দারোয়ানেরা সকলেই [illegible] আঘাত দিবার জন্য লাঠি হস্তে হইয়া [illegible] দণ্ডায়মান ছিলেন, কিন্তু " ধিক বলং [illegible] ব্রহ্মতেজোবলং বলং" সত্যের [illegible] তাঁহাদের সমুদায় চেষ্টাই বিফলীকৃত [illegible] । সংসারী ব্যক্তিরা পদে পদে শিক্ষালাভ [illegible], তথাপি কি তাঁহাদের একবারও [illegible] যে সত্যের স্রোতের সম্মুখে পর্ব্বত [illegible] তৃণের ন্যায় ভাসিয়া যায়। [illegible] [illegible] নিকটে [illegible] [illegible] সেন বাবুরা যখনি [illegible] বাধা দিতে [illegible] তখনি তাহারা পরাস্ত [illegible] পড়িয়াছেন। প্রথমে যখন [illegible] ব্রাহ্মধর্ম্ম গ্রহণ করিতে উৎসুক [illegible] তাঁহারা আঘাত দিয়া [illegible] [illegible] লইতে যখন [illegible] [illegible] তখনি না। কর্ত্তারা [illegible] [illegible] করিলেন, পরে যখন তিনি [illegible] বাড়ীতে [illegible] আইতে

[illegible] তখনি না [illegible] কি হই- [illegible] এখানে [illegible] সন্নিহিত হইয়া গেলেন তখনি না তাঁহার কি হইল? আবার যখন এখানে একাগ্রমনে বিবাদ [illegible] মুখ দিয়া আপন স্ত্রীকে পাল্কীতে আরোহণ করাইলেন তখনি না তাঁহার কি হইল? হইল না আর কিরূপে বলিব যখন ব্রহ্মানন্দ মহাশয় চলিয়াছেলেন তখন তাঁহারা (পল্লীগ্রামে বয়স্কা পলাইলে হরিবোলায়া যেরূপ পরাক্রম প্রকাশ করিয়া থাকে অথবা চোর পলাইলে যে রূপ বুদ্ধি যাড়ে) পরাক্রম প্রকাশ করিয়া দ্বারপালদিগকে হুকুম দিলেন কিনা কেশব বাবু ও তাঁহার স্ত্রীকে আর বাড়িতে আসিতে দিও না। ব্রহ্মানন্দ মহাশয়কে বাটী হইতে বহিষ্কৃত করা কিরূপ হইয়াছে যেমন একটী অপরিচিত ব্যক্তি হঠাৎ আমার বাড়িতে আসিয়া আমাকে বলিল যে তুমি তোমার বাড়ি হইতে দূর হও এ [illegible] দেখিতে অতি উত্তম অতএব আমি এখানে বাস করি। কত ভাল নীলকর বিপক্ষ প্রজাদিগের ন্যায় ব্রহ্মানন্দ মহাশয়ের অত্যাচার হইতে নিষ্কৃতি পাইবার জন্য যে উহার বাটীর লোকেরা সমবদ্ধ হইয়াছেন ইহা বঙ্গদেশের একটি কম উন্নতির ব্যাপার নহে, বোধ হয় ইহা বঙ্গদেশের [illegible] উঠিলে উঠিতে পারে। হায় রে! বড়ো এক আর বাড়িতে এক থাকিলে আর তাহাদের কোন [illegible] হয় না, বাবুরা একিকে হোটেলে খানা খাইতে যাইবেন আর বাটীতে আসিয়া ব্রাহ্মণ চরণের ধূলি দিয়া জল পান করিবেন, হরিবোলের মালা ঠিক ঠিক করিবেন। কিন্তু যে ব্যক্তি নিঃস্বার্থভাবে [illegible] জন্য সর্ব্ব ত্যাগ করিতে যাইবে তাঁহারই উপর যত পীড়ন। কলিকাতা [illegible] কি এখন জাতি আছে, যে জাতির জন্য [illegible] । [illegible] [illegible] দেখিতে পাইতাম সেন বাবু [illegible] [illegible] অবধি। যখন ব্রহ্মানন্দ [illegible] করিয়াছিলেন তখন [illegible] প্রধানাচার্য্য গৃহে [illegible] করিয়াছিলেন, আর তন্নিমিত্ত প্রায়শ্চিত্ত [illegible] নাই তখনি [illegible] হিন্দুধর্ম্ম মতে তিনি [illegible] । [illegible] তখন যখন তাঁহারা [illegible] সহিত [illegible] উপবেশনাদি করিয়াছেন তখন কি আর তাঁহাদের জাতির কিছু বাকি আছে। [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] সেন ব্রাহ্ম [illegible] [illegible] উপস্থিত হইয়াছিলেন [illegible] [illegible] কর্ত্তাদিগের অত্যন্ত অসন্তুষ্টতাসত্ত্বেও [illegible] সহিত গৃহে আনীত হইয়াছেন। [illegible] সকলেই এক পাশে [illegible] হইয়াছিলেন [illegible] [illegible] কিছুই হইল না আর এক [illegible] নির্ব্বাসন হইল। বিচার বড় মন্দ [illegible] [illegible] উনি ওয়েলসের ন্যায় বিচার যথার্থ [illegible] তাহাতে আর কোন সংশয় নাই। আর [illegible] নূতন কথা শুনিতেছি যে [illegible] যে [illegible] করুন না কেন তাহাতে তিনি জাতি হইতে [illegible] হইবেন না। তাঁহার স্ত্রী যতক্ষণ না [illegible] আচার ব্যবহার করেন ততক্ষণ তাঁহার কিছুই ভয় নাই। ইহা কি একটি আমাদের [illegible] সংবাদ নহে? সকলে জাতি [illegible] ইহা অপেক্ষা ব্রাহ্মদিগের পক্ষে [illegible] আর কি আছে? হে বাবুগণ তোমরা আর [illegible] হইও না, সকলি তোমাদের অনুকূল হইতেছে তোমরা অন্তরে সদ্ভাব ধারণ করিয়া চরিত্র [illegible] বিশুদ্ধ করত ঈশ্বরের আশ্রয় অবলম্বন [illegible] নিশ্চয়ই তোমাদিগের মঙ্গল হইবে, [illegible] তোমরা ব্রাহ্মধর্ম্ম প্রচারে কৃতকার্য্য হইবে।

কস্যচিৎ [illegible] ।

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু যদুনাথ ভট্টাচার্য্য	কার্শিয়ং	
১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত		৫
„ [illegible] সেন	চট্টগ্রাম	
১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত		৫
„ ব্রজলাল রায়	শান্তিপুর	
১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত		৫
„ কাশীনাথ দত্ত	[illegible]	
১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত		৫
„ [illegible] চক্রবর্ত্তী	[illegible]	
১২৬৮ চৈত্র হইতে ৬৯ ভাদ্র পর্য্যন্ত		৫
„ [illegible] রায়	ঢাকা	
১২৬৮ ফাল্গুন হইতে ৬৯ [illegible] পর্য্যন্ত		৫
„ [illegible] হালদার	[illegible]	
১২৬৯ বৈশাখ অবধি চৈত্র পর্য্যন্ত		১০
„ চারুচন্দ্র ঘোষ	কলিকাতা	
১২৬৯ কার্ত্তিক পর্য্যন্ত		১০
রেবরেণ্ড [illegible] সাহেব [illegible]		
১২৬৯ বৈশাখ অবধি চৈত্র পর্য্যন্ত		১০
„ [illegible] বসু	[illegible]	
১২৬৯ বৈশাখ হইতে আশ্বিন পর্য্যন্ত		৫

[illegible] প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতীন হীয়তাং।

৪ ভাগ। ২৬ সংখ্যা। } সন ১২৬৯। ৩০ বৈশাখ। ইং ১৮৬২। ১২ মে { মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশ।

৩০এ বৈশাখ সোমবার।

পত্র প্রেরকের প্রতি।

গত সপ্তাহে অনুমান ২০ খান প্রেরিত পত্র আমাদিগের হস্তগত হইয়াছে। ইহার কতকগুলি দীর্ঘতর, কতকগুলি অসার ও কতকগুলি আমুল প্রয়োজনোপযোগী নয় বলিয়া সকলগুলি প্রকটিত হইল না।

নীলপ্রধান প্রদেশ সম্বন্ধে গবর্ণমেণ্টের ভ্রম গেল না।

এক জন নদীয়া হইতে ৩০এ এপ্রেলের ইণ্ডিয়ান মিররে লিখিয়াছেন "কেবল একটি কুঠির প্রায় হাজার প্রজা ডেপুটি কালেক্টরের নিকটে আবেদন করিয়া জানাইয়াছে যে তাহারা দুই দিনের মধ্যে তাহাদিগের জমা ত্যাগ করিবে।" নীলকরেরা যে অত্যাচার করিতেছে, ইহাতেও কি আর তদ্বিষয়ে সন্দেহ থাকে? লোকে বিশেষতঃ বাঙ্গালা দেশের লোকে অল্প দুঃখে কি পৈতৃক বাস স্থান ও জমা ত্যাগ করিতে চায়? নীলকরদিগের ইচ্ছাই যদি বলবতী হইল, গবর্ণমেণ্টে প্রয়োজন কি? গবর্ণমেণ্ট কি এরূপ বিশ্বাস করিতেছেন যে এই সকল প্রজা কুলোকের কুপরামর্শে নীলকরদিগের ভয় প্রদর্শনার্থ এইরূপ আবেদন করিয়াছে। তাহারা যখন বাস্তবিক জমা ত্যাগ করিবে তখনই গবর্ণমেণ্টের চৈতন্য হইবে। নীলকরেরা অবলীলাক্রমে অসঙ্গত রূপে করবৃদ্ধি করিতেছেন; যে স্থলে একগুণ কর ছিল, সে স্থলে চারি পাঁচ গুণ কর ধার্য্য করা হইয়াছে। কর বৃদ্ধি করিবার প্রায় ৮০,০০০ বিজ্ঞাপন দেওয়া হইয়াছে। ডেপুটি কালেক্টরেরা গবর্ণমেণ্টের নূতন নীল ... বিমোহিত হইয়া ... নীলকরেরা যে কর বৃদ্ধি করিয়াছেন তাহা অন্যায় নহে। প্রজারা যে আপত্তি করিতেছে তৎপ্রতি কর্ণপাত ... না। তাহাদিগের গো, মহিষ, গৃহাদি বিক্রীত করিয়া অন্যায় কর আদায় করা হইতেছে। নীল প্রধান প্রদেশের সর্ব্ব স্থলেই হাহাকার রব উঠিয়াছে। প্রায় দুই বৎসর কাল ক্রমাগত মোকদ্দমা করিয়া ... কৃষকেরা অবসন্ন ও নিতান্ত নিঃস্ব হইয়া পড়িয়াছে। সুবিচার হইলে বরং তাহাদিগের ক্ষোভ কিঞ্চিৎ দূর হইত; কিন্তু তাহাদিগের ভাগ্যে সেটি ঘটিল না। তাহাদিগের দুই কুলই গেল। ... কমিসনর জাক্সন সাহেব ... মধ্যে মোকদ্দমার পুনর্বিচারের আজ্ঞা ... য়াছেন; কিন্তু অনুধাবন করিয়া ... নিঃসংশয় প্রতীয়মান হইবে, ... ঐ আজ্ঞা নিষ্ফল মাত্র হইবে, প্রজা... দের ভাগ্যে সুবিধা হওয়া দুর্ঘট; ... মফস্বলের সিবিলিয়ান ও অচিরাগত ডেপু... কালেক্টর প্রভৃতিকে জানেন, তাঁহা... অবশ্যই স্বীকার করিবেন উক্ত কর্ম্মচারিদিগের আজ্ঞা অমোঘ; তাঁহারা একবার যে আজ্ঞা দেন, তাহার আর পরিবর্ত্ত করেন না। ফলতঃ জাক্সন সাহেবের ... তাঁর প্রজাদিগের আর কিছু ন্যায় হই... এই মাত্র।

অথবা আমরা গবর্ণমেণ্টকে বৃথা এ... বলিতেছি কেন? নীলকরেরা ... র্দের কার্য্য না পারেন এমন কর্ম্ম না... গবর্ণমেণ্টের এটি বুঝা দূরে থাকুক, ত... আবার নীলকরদিগের সহায়তার ...

এক জনের অপরাধে পল্লীগ্রাম ...

দেশীয় লোকের দণ্ড বিধানের বিল্ বিধিবদ্ধ করিতে উদ্যত হইয়াছেন। ভারতবর্ষের গবর্ণমেণ্ট সকল বিষয়েই অদ্ভুত। [illegible] কয়েকটি যুদ্ধ প্রিয় সভ্য জাতির [illegible] হইলে ব্যারন রিকেনলি ড [illegible] বলেন, সকল সভ্য [illegible] নিতান্ত অনুচিত; গবর্ণমেণ্ট তাঁহাদিগের দ্বারা শান্তি ভঙ্গ হইবার ভয় করেন; কিন্তু সেই শান্তি রক্ষা করা কি গবর্ণমেণ্টের কর্ত্তব্য নহে? তাঁহারা সতর্ক হইবেন যেন কেহ অন্যায়াচরণ করিতে না পারেন। এদেশের কর্তৃপক্ষ এই নীতিটি বিস্মৃত হইয়াছেন। ব্যক্তি বিশেষের অথবা সম্প্রদায় বিশেষের অভীষ্ট সাধন উদ্দেশ করিয়া কোন বিধি বিধান অতিশয় গর্হিত। একের অপরাধে অন্যের দণ্ড বিধান কি শান্তি রক্ষার সদুপায়? একভিন্ন কি শান্তি রক্ষার উৎকৃষ্ট উপায় নাই? নীলকরদিগের অত্যাচার নিবারণ হইলে কি সহজে শান্তি রক্ষা হয় না? আমাদিগের রাজপুরুষেরা কি নীলকরদিগের ন্যায় মনে করেন প্রজারা চিরকাল তাঁহাদিগের স্বেচ্ছাচারিতা ও "শ্রীবৃদ্ধিকারীদিগের" অত্যাচার সহ্য করিবে? যে সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন গবর্ণমেণ্ট মজুরদিগের বেতন বৃদ্ধি করাতে চা করদিগের কষ্ট হইতেছে,* সে সম্প্রদায় এ দেশের কেমন হিতৈষী গবর্ণমেণ্ট বুঝিয়াও বুঝিবেন না।

অধিক কথা কি, আমাদিগের রাজপুরুষেরা নীলকরদিগের মায়াজালে বদ্ধ হইয়া [illegible] নিরবচ্ছিন্ন বৈফল্য সম্পাদনে [illegible] হইয়াছেন। তাঁহারা ১৮৫৯ অব্দের [illegible] করিয়া লিখিয়াছেন

* [illegible] সম্পাদক গত বুধবারের প-[illegible] করিয়াছেন যাহাতে [illegible] মজুরদি-গের [illegible] বৃদ্ধি হওয়াতে আসামের চা-ক-রেরা [illegible] পাইতেছেন না। এই সকল লোক আপনাদিগকে সভ্য ও ভারতবর্ষের যথার্থ বন্ধু বলিয়া পরিচয় দিতে লজ্জাবোধ করেন না।

কেহ পরগণার হারের অতিরিক্ত কর লইতে পারিবেন না এবং যে স্থলে কৃষকদিগের যত্নে ভূমির উৎকর্ষ সাধিত হইবে তথায় কর বৃদ্ধি করা হইবে না। এই আইনে কি জলাঞ্জলি দেওয়া হইবে? নীলকরেরা নীলবপন করাইবার উদ্দেশে অসঙ্গত কর ধার্য্য করিতেছেন, ইহা কি এখনও জানিতে বাকী আছে? আব্ওয়াবের ত কথাই নাই। গবর্ণমেণ্ট কি ইহার নিবারণ করিবেন না। গত শতাব্দীতে তাতারেরা রুশিয়া রাজ্য ত্যাগ করিয়া চীন দেশে গমন করে; তন্নিবন্ধন আস্ত্রাকানের শাসনকর্ত্তা যাবজ্জীবন কারাবদ্ধ ও চিরকালের জন্য ঘৃণাভাজন হইয়াছেন। বঙ্গদেশীয় প্রজারা কি তাতারদিগের অবলম্বিত উপায় গ্রহণ করিতে উদ্যত হয় নাই? এক্ষণে তাহারা নীলকরদিগের জমীদারি ত্যাগ করিয়া অন্যত্র যাইতেছে। কিন্তু গবর্ণমেণ্টের শাসন প্রণালীদোষে যদি তাহারা সেখানেও তিষ্ঠিয়া থাকিতে না পারে, শেষে কি ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের অধিকার পরিত্যাগে উন্মুখ হইবে না? গবর্ণমেণ্ট কি শেষে এইটী দেখিতে চান

"আমরা বারম্বার কহিতেছি গবর্ণমেণ্ট নীলকরদিগের অসঙ্গত কর গ্রহণ প্রয়াস রহিত করুন এবং প্রত্যেকের ভূমির সীমা বদ্ধ করিয়া যথার্থ কর ধার্য্য করুন। বিশেষ কমিসনরেরা প্রত্যেক পল্লীগ্রামে গিয়া ভূমি জরিপ করিয়া কর নির্দ্ধারিত করিয়া আসুন। কর লইবার জন্য বৎসরের কএক দিন স্থির করা হউক। নীলকরেরা কর না লইলে নিকটবর্ত্তি কালেক্টর বা ডেপুটি কালেক্টরের নিকটে তাহারা টাকা জমা করিয়া দিবে। এবং আব্ওয়াব প্রভৃতি এককালে নিঃশেষ করিতে হইবে। এই উপায় অবলম্বন না করিলে কিছুতেই নীলকর ও প্রজাদিগের পরস্পরের বিরোধ শান্তি হইবে না। যাঁহারা অদ্যাপিও জানেন, পুনর্ব্বার নীল জন্মিবে তাঁহারা বিষম ভ্রমে পতিত হইয়াছেন। তাঁহারা নিশ্চয় জানিবেন বঙ্গদেশে নীলের শেষ হইয়াছে। নীলকরেরা যদি ন্যায্য কর লইয়া সন্তুষ্ট না হন, তাঁহারা এই সিদ্ধান্ত করিয়া রাখুন কিছু দিন পরে তাঁহাদিগকে আপন আপন জমীদারী পতিতভূমিময় দেখিতে হইবে

কাবুলের যুদ্ধ

আমরা পূর্ব্বে পাঠকবর্গের গোচর [illegible]রিয়াছি. পারসীকসেনারা আমীর দো[illegible] মহম্মদের রাজ্য আক্রমণ করিয়াছে। [illegible]রা খোরাসান হইতে কন্না পর্য্যন্ত আ[illegible] যা তথায় আমীরের পুত্র মহম্মদ আকবর[illegible]কে পরাজয় করে। পরে তাহারা ক[illegible]গর অধিকার করিয়াছে। আমীর তৎ[illegible] জেলেলাবাদে ছিলেন। তিনি তৎকালে কয়েক জন অস্থিরমতি অবাধ্য সর্দ্দার জায়গীরদারের সম্পত্তি বাজেয়াপ্ত ক[illegible] বার কার্য্য লইয়া ব্যস্ত সমস্ত ছিলেন। [illegible] অশুভ সম্বাদ তাঁহার কর্ণগোচর হই[illegible] তিনি উক্ত সর্দ্দারদিগের অনেকের জা[illegible]গীর প্রত্যর্পণ করিলেন এবং তাঁহাদিগ[illegible] শত্রুর সহিত যুদ্ধ করিতে আজ্ঞা দিলেন[illegible] এদিকে হিরাটের রাজা সুলতান [illegible] পারসীক সেনাদিগের সহায়তা করি[illegible]ছেন, তাহারা ক্রমশঃ অগ্রসর হইতেছে[illegible] দোস্ত মহম্মদের কয়েক জন সর্দ্দার[illegible] বিপক্ষ পক্ষে পক্ষপাতী হইয়াছেন। [illegible]হার সমুদায় সেনাপতিও তাঁহার প্রতি [illegible]ধিক অনুরক্ত নহেন। উক্ত আমীর হি[illegible]টের রাজার উপরে অধিকতর ক্রোধা[illegible] হইয়াছেন। তিনি স্পষ্টাক্ষরেই কহি[illegible]ছেন " পরমেশ্বরের ইচ্ছায় যদি আমি [illegible]বিত থাকি, তাহা হইলে হিরাট ভূমিস[illegible] করিব।" তিনি ইহা অপেক্ষাও মহা[illegible] বিপদ হইতে উত্তীর্ণ হইয়াছেন সত্য; [illegible]হার বুদ্ধির তীক্ষ্ণতা, রণপাণ্ডিত্য ও ম[illegible] চাতুর্য্যের বিষয়ে কেহ সন্দেহ করেন [illegible] কিন্তু তিনি এক্ষণে অতিশয় বৃদ্ধ হ[illegible]

বে। তাঁহার বীরবর পুত্র আকবর খাঁ যাহাকে আফগানেরা স্নেহ ও অনুরাগ বশতঃ ‘ য়োয়া আকবর, রক্ষিত) প্রাণ ত্যাগ করিয়াছেন। পারসীক সেনারাও ক বিষয়ে অনুৎপন্ন নহে, অতএব দোস্ত মহম্মদ শীঘ্র যে তাহাদিগকে দূরীভূত ক রিয়া উঠিতে পারেন এরূপ বোধ হয় না।

আমাদিগের গবর্ণমেণ্ট এ সময়ে কি করিবেন? এখন এই প্রশ্নের মীমাংসা করা আবশ্যক হইতেছে। ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট ও ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট উভয়েরই এই সংস্কার আছে, ভারতবর্ষের প্রতি রুশিয় সম্রাটের বিলক্ষণ লক্ষ্য দৃষ্টি আছে। তিনি সুযোগ পাইলে কোন ক্রমেই তাহা পরিত্যাগ করিবেন না। পারস্যাধিপতি উক্ত সম্রাটের অনুগত; তাঁহার সহায়তায় সম্রাটের ভারতবর্ষে আগমন অসম্ভাবিত নহে। ভারতবর্ষে আসিতে হইলে হিরাট হইয়া আসিতে হইবে। এই নিমিত্ত ইহা ভারতবর্ষের ‘ দ্বার, বলিয়া নির্দ্দেশিত হইয়া থাকে। এই নিমিত্তই লার্ড আকলাণ্ড ১৮৩৯ অব্দে আফগানিস্থানে সেনা প্রেরণ করিয়া ৩০,০০০ সৈন্য ও ইংরাজ জাতির গৌরব বিনাশ করিয়াছিলেন। এখন পর্য্যন্তও আমাদিগকে এই অবিমৃষ্যকারিতাবিজৃম্ভিত যুদ্ধের ১৭ কোটি টাকা ঋণের সুদ বহন করিতে হইতেছে। ১৮৫৬ অব্দে যখন পারস্য সেনারা হিরাট অধিকার করে, সর জেমস্ আউট্রাম পারস্য দেশ আক্রমণ করিতে যান। হিরাট পারস্যরাজ্যের হস্তগত না হয়, ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের এই ঐকান্তিক চেষ্টা। তাঁহারা দোস্ত মহম্মদ খাঁকে ভারতবর্ষের কলক স্বরূপ জ্ঞান করেন। এ সময়ে কি তাঁহারা ঐ বৃদ্ধ আমীরকে শত্রু হস্তে নিক্ষেপ করিয়া নিশ্চিন্ত থাকিবেন?

রুশিয়সম্রাটের ভারতবর্ষে লালসা আছে এ কথা অযথার্থ নহে, কিন্তু এক্ষণে রুশিয়ার যেরূপ গোলযোগ উপস্থিত, রাজ্যবিপ্লব সম্ভাবনা হইয়াছে, তাহাতে ভারতে সম্রাটের এমন সময়ে ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করিতেছেন কোন রূপেই এরূপ বোধ হইতেছে না। আর যদিও তিনি ভারতবর্ষ আক্রমণ করিবার ইচ্ছা করেন, তাহাও পূর্ণ হইবার সম্ভাবনা অল্প। চারি লক্ষ রুশিয় সৈন্য সমভিব্যাহারে না লইয়া ভারতবর্ষে প্রবেশ সুসাধ্য নয়। নাদীরসাহ প্রভৃতি সহজে ভারতবর্ষ জয় করিয়াছিলেন বটে, কিন্তু সে কাল অতীত হইয়াছে। রুশিয় সম্রাট যদিও দুরাশাগ্রস্ত হইয়া ভারতবর্ষে আগমন করেন, অনতিবিলম্বে তাঁহাকে পলায়ন করিতে হইবে। ভারতবর্ষে নীল ও ইনকম টাক্স ঘটিত যে কিছু গোলযোগ থাকুক না কেন, এদেশীয়েরা ফরাশি অথবা রুশিয়দিগের অধীনতা স্বীকারে উন্মুখ নহেন। যদি সুখ ও স্বাধীনতা আমাদিগের অদৃষ্টে থাকে, ইংলণ্ডের অনুগ্রহেই হইবে। যখন দেশের লোক সেনাগণ ও গবর্ণমেণ্ট সকলেই বিরূপ, তখন রুশিয়দিগের এদেশে আসিয়া কৃতকার্য্য হইবার সম্ভাবনা কি? দোস্ত মহম্মদ পুরাতন বন্ধু, তাঁহাকে সাহায্য দান করা উচিত বটে, কিন্তু যেন আমাদিগকে পুনর্ব্বার ১৭ কোটি টাকা ঋণগ্রস্ত হইতে না হয়। আমরা প্রধান পুরুষদিগের অবিমৃষ্যকারিতাদোষে পুনরায় যেন বিপদাপন্ন না হই। আমাদিগের গবর্ণমেণ্ট পারস্যাধিপতির সহিত যুদ্ধে লিপ্ত হন, ইহা কোন ক্রমেই আমাদিগের অভিপ্রেত নহে। আমরা স্পষ্টাক্ষরে ইহার প্রতিবাদ করিতেছি। সম্প্রতি ভারতবর্ষ ভয়ঙ্কর অর্থ কৃচ্ছ্র হইতে উত্তীর্ণ হইয়াছে, এখনও সম্পূর্ণরূপে ইনকমটাক্স রূপ রাহুগ্রাস হইতে মুক্তিলাভ করিতে পারে নাই; এ সময়ে যে ব্যক্তি গবর্ণমেণ্টকে বৃথা আসিয়ার সৈন্য প্রেরণে উৎসাহিত করিবেন, তিনি ভারতবর্ষের শত্রু বলিয়া পরিগণিত হইবেন সন্দেহ নাই।

উৎসব ও উৎসবপ্রিয় ব্যক্তিগণ।

“ এক্ষণে আর আমোদের নাই, সে কাল গিয়াছে,” বৃদ্ধগণের অনেকে এই আক্ষেপ করিয়া থাকেন। ফলতঃ আমাদিগের সমাজের একটি বিশেষ অবস্থা ঘটিয়াছে, ইহা অন্যদেশে দৃষ্ট হয় না। অন্য সর্ব্বত্র দেশে নবাবস্থ নৃত্য, গীত, বাদ্য প্রভৃতি ভাল বা সেন, বৃদ্ধেরা এ সকলের নিকট হইতে বিদায় গ্রহণ করিয়া থাকেন, কিন্তু বঙ্গদেশে বৃদ্ধেরাই যাত্রা, পাঁচালী প্রভৃতিতে আনন্দ এবং কৃতবিদ্য যুবকেরা তাহাতে বিরত হইয়া পুস্তক পাঠ, সভায় তর্ক বিতর্ক ও সংবাদ পত্রাদি পাঠে সমধিক অনুরক্ত দৃষ্ট হন। যুবকেরা উল্লিখিত যাত্রাদির আমোদে রত হওয়া লঘুচেতার কর্ম বিবেচনা করেন।

যাঁহারা উল্লিখিত আমোদের বিরোধী বোধ হয়, তাঁহারা এই কথা কহিবেন আজি কালি চাঁদা, সভা, রাজনীতি সম্বন্ধে তর্ক বিতর্ক ও দর্শন বিজ্ঞানাদি শিক্ষা কাল উপস্থিত, এ সময়ে কি কোন প্রকার আমোদ করা উচিত? আমাদিগের জন্মভূমির কি এরূপ অবস্থা হইয়াছে যে আমরা স্বদেশের হিতসাধন পরিত্যাগ করিয়া কেবল নিজ সুখের প্রতি দৃষ্টিপাত করিয়া উল্লিখিত অযথা আমোদ প্রমোদে আসক্ত হইব? পর্য্যায়ক্রমে উৎসবপ্রিয় ব্যক্তিরা বলিতে পারেন “ আমরা যদি বারইয়ারি পূজা করি, বাই নাচ দেখি, অথবা যাত্রা শুনি, তাহা হইলে নব্য সম্প্রদায়ের সভ্য সকেরা ক্রুদ্ধ হইয়া উঠেন; রাম যাত্রা গেলে নিন্দা হয়, গ্রাণ্ট সাহেবের সন্ত চিহ্নে না দিয়া যাত্রার প্যালা দিলে অপব্যয় হয়। তবে কি আমরা কেবল পেচকের ন্যায় গম্ভীর হইয়া বসিয়া থাকিব? পাঠকগণ! আমরা ইহার অন্যতর কোন বাক্যের অনুমোদন করিতেছি না। আমোদ নিতান্ত আবশ্যক, ইহা প্রকৃতির নিয়ম। আমাদিগের শরীর যেরূপ নিদ্রার পর সূক্ষ্ম বল প্রাপ্ত হয় আমাদের মনও তেমনি আমাদি

মন সুস্থ ও প্রফুল্লিত হয়। কোন্ ব্যক্তি সমস্ত দিন কেরাণীগিরি, শিক্ষকতা, কিম্বা ওকালতী করিতে সমর্থ হন? কিন্তু সকল প্রকার আমোদ প্রমোদ সকল সময়ে ও সকল অবস্থায় প্রীতিকর হয় না। বৃদ্ধেরা যে যাত্রা পাঁচালী প্রভৃতিতে আনন্দ সুখ অনুভব করেন, নব্য সম্প্রদায়ের তাহা ভাল লাগে না কেন, এক্ষণে তদ্বিষয় বিবেচিত হইতেছে।

পূর্ব্বকালে যে যে বিষয়ে হিন্দু জাতির শ্রীবৃদ্ধি লাভ হইয়াছিল, এই জাতির রাজত্ব ও স্বাধীনতা লোপের সঙ্গে সঙ্গে সে সমুদায় বিষয়েরই প্রায় বিধ্বংশ হইয়া যায়। অভিনয়াদি বিষয়ে হিন্দু জাতি যে উৎকর্ষ লাভ করেন, ক্রমে তাহার বহু বিপর্য্যাস হয়, তদনুরূপিণী রুচিও ক্রমশঃ বিপর্য্যস্ত হইয়া উঠে। আমরা এক্ষণে যে যাত্রাদি দর্শন করি, তাহা সেই রুচি বিপর্য্যাসকালের [illegible]। এখন সে রঙ্গভূমি নাই, এখন সে অনুরূপ ভূমিকা, বিশুদ্ধ নাট্যোক্তি ও বিশুদ্ধ সংগীতাদির রীতিও নাই। এখন সমুদায়ই বিকার প্রাপ্ত হইয়াছে। আলঙ্কারিকেরা অশ্লীলতা দোষকে নাটকের একটী প্রধান দোষ বলিয়া গণনা করিয়াছেন, কিন্তু ঐ দোষটী এক্ষণকার যাত্রাদির একটী প্রধান গুণ বলিয়া ব্যাখ্যাত হইয়া থাকে। মধ্যে যে কতগুলি লোক হইয়া গিয়াছে এবং এখনও আমরা যাহাদিগকে বৃদ্ধ এই শব্দ দ্বারা নির্দ্দেশ করিয়া থাকি, তাহাদিগের অধিকাংশ লোক ঐ সকল অশ্লীল যাত্রাদির একান্ত ভক্ত। ঐ মহাপুরুষেরা কেবল যে আমাদিগের দেশের নাটক নাটিকা প্রভৃতির অভিনয়াদিকে হীন দশা প্রাপ্ত করাইয়াছেন এরূপ নহে, তাঁহারদিগের হইতে আমাদিগের দেশ নানা প্রকারে দুর্দ্দশা ও দুর্নাম গ্রস্ত হইয়াছে। তাঁহাদিগের যেরূপ গুণ, তাহাতে এরূপ ঘটনা হওয়া অসম্ভাবিত নহে। তাঁহারা না জানেন সংস্কৃত, না জানেন বাঙ্গলা, না জানেন ইংরাজী। যাঁহাদিগের এমন গুণ, তাঁহাদিগের অসাধ্য কি আছে? ম্যাক মেকলি এদেশের যাবতীয় লোককে যে প্রবঞ্চক বলিয়া গালি দিয়াছেন এবং সর মর্ডান্ট ওয়েলস যে আজি ও গালি দিতেছেন, সে কেবল ঐ মহাপ্রভুদিগের গুণে। চুলকাটা গোঁপছাটা আমলা দলই উঁহাদিগের প্রধান। পক্ষান্তরে, নব্য সম্প্রদায়ের নানাবিধ ইংরাজী গ্রন্থ পাঠ করিয়া রুচিপরিবর্ত্ত হইয়াছে, সুতরাং চলিত সদোষ যাত্রাদিতে তাঁহাদিগের প্রীতি জন্মে না। এক একটী ক্রিয়া ধরিয়া দেখ, উহাতে প্রীতি জন্মিবার সম্ভাবনাও নাই।

প্রথম, ওস্তাদিকবিতা। সখীসম্বাদ, বিরহ প্রভৃতি কতকগুলি গান অপ্রশংসনীয় নয়, কিন্তু বাদ্যের ও স্বরের যেরূপ মিষ্টতা, তাহাতে ঐ কবিতা যত শীঘ্র বিলুপ্ত হয়, ততই আহ্লাদের বিষয়। ঢুলে ও কাওরা বাদ্যকর, গায়কেরাও প্রায় জাতিতে ঐরূপ দোহারদিগের দুঃশ্রব চীৎকারধ্বনি ও খেউড় ক্ষেত্রে ঐ কবিতার উৎকর্ষের সবিশেষ পরিচয় দিয়াছে। দ্বিতীয়, যাত্রা। ইহা বরং কতক ভাল। কিন্তু ইহা প্রাচীন কালের অভিনয়ের বিকৃত আদর্শ। অভিনেয় ভিন্ন ভিন্ন ব্যক্তির রূপ, বেশ, বাক্য ও ব্যবহারের প্রতি কিছুমাত্র দৃষ্টিপাত করা হয় না। শ্মশ্রুলব্যক্তিও কখন যশোদা সাজে, গৌরবর্ণ বালকও কখন কৃষ্ণ হয়, এবং কাফ্রি সদৃশ শ্যামবর্ণ বালক ও রাধার রূপ ধারণ করে। পরিচ্ছদের বিষয়েও এইরূপ। যাত্রায় ঢাকাই শাড়ি পরা যশোদাও কখন কখন দেখিতে পাওয়া যায়। শোক, ক্রোধ, সন্তোষ প্রকাশ করিবার সময়ে কখন কি প্রকার অঙ্গভঙ্গী করিতে হয়, তাহা যাত্রার নট্ নটী প্রভৃতি কেহই জানে না। আহারের বিষয়েও নিতান্ত অনভিজ্ঞ। দশরথ প্রহ্লাদচরিত হইতেছে এমত সময়ে কয়েক জন ইংরাজের বেশ ধরিয়া আসিয়া উপস্থিত হইল। পাঁচালী, হাপ আকড়াই প্রভৃতির ত কথাই নাই। ইহার নিকটে ওস্তাদি ও যাত্রা সহস্র গুণে প্রশংসনীয়। অধিক কথা কি, মদ, গুলি, ও গাঁজায় পরিপক্ক না হইলে পাঁচালী ও হাপ আকড়াই দলে প্রবেশাধিকার হয় না। যত দিন আমাদিগের স্ত্রীলোকেরা সংগীত বিদ্যা না শিখিবেন, তত দিন বাই ও খেমটার প্রাদুর্ভাব দূর হইবে না। সামান্য বারাঙ্গনা লইয়া আমোদ করা কি সভ্যতার বিপরীত কার্য্য নহে?

যাত্রা, পাঁচালী, বাই ও খেমটা প্রভৃতি একে একে সকলই খণ্ডিত হইল, তবে কি আমাদিগের দেশের লোকেরা একেবারে আমোদ প্রমোদে বঞ্চিত থাকিবেন? ইহার উত্তরে আমাদিগের বক্তব্য এই, আমাদিগের পূর্ব্বতন অভিনয়াদি পুনরুজ্জীবিত হউক। রত্নাবলী, শকুন্তলা প্রভৃতির অভিনয় দর্শন করিয়া আমরা ভাবিয়াছিলাম এই সভ্য আমোদ ক্রমশঃ পুনরুজ্জীবিত হইবে, কিন্তু আক্ষেপের বিষয় এই, আর উহার প্রসঙ্গ নাই। শ্রীযুক্ত বাবু রাধামাধব হালদার প্রভৃতি কয়েক ব্যক্তি সাধারণ রঙ্গভূমি করিবার প্রয়াস পাইয়াছিলেন, কিন্তু উৎসাহ বিরহে তাহা পরিত্যক্ত হইয়াছে। পুনরায় তাঁহাদিগের এ বিষয়ে চেষ্টাবান্ হওয়া উচিত। স্বভাবের অনুকরণ দর্শন ব্যতিরেকে কৃতবিদ্যব্যক্তিদিগের নয়ন ও মনের প্রীতি জন্মিবার সম্ভাবনা নাই।

নূতন গ্রন্থ।

সম্প্রতি দুইখানি নূতন গ্রন্থ আমাদিগের হস্তে আসিয়াছে। সীতাহরণ ও প্রকৃতিপ্রেম। ঢাকা বাঙ্গালবাজার ব্রাহ্ম স্কুলের দ্বিতীয় শিক্ষক শ্রীযুক্ত বাবু মোহনচাঁদ বসাক সীতাহরণ প্রচার করিয়া ঢাকা বাঙ্গালাযন্ত্রে মুদ্রিত করিয়াছেন। ইহার মূল্য আট আনা। প্রকৃতিপ্রেম কলিকাতা

হিন্দু বিদ্যালয়ের অন্যতর শিক্ষক শ্রীযুক্ত বাবু দ্বারকানাথ রায় প্রণীত। এ গ্রন্থখানি পদ্যময়। ইহা পাঠ করিয়া আমাদিগের এই সংস্কার জন্মিয়াছে গ্রন্থকারের বিলক্ষণ কবিত্ব শক্তি আছে। আমাদিগের এক মিত্র এই গ্রন্থের বিষয়ে যে অভিপ্রায় প্রকাশ করিয়াছেন, তাহা এইস্থানে গৃহীত হইল।

সংপ্রতি শ্রীদ্বারকানাথ রায় প্রকৃতিপ্রেম নামক এক খানি নূতন কাব্য প্রণয়ন করিয়াছেন। রায় মহাশয় অতি সুকবি ও লব্ধপ্রতিষ্ঠ। রাসরসাম্বুদে তিনি নিজ কবিত্ব শক্তির বিশেষ পরিচয় প্রদান করিয়াছেন। এই নূতন গ্রন্থেও তাঁহার ঐ শক্তির সমধিক প্রমাণ পাওয়া যাইতেছে। আমরা দিন দিন বহুবিধ নূতন গ্রন্থ দেখিয়া থাকি, কিন্তু তৎসমুদায় অনুবাদ মাত্র। প্রকৃতিপ্রেম অনুবাদ নহে এই কাব্য খানি কেবল রচনাতেই নূতন এমত নহে, ইহা যে শৃঙ্খলাতে প্রণীত হইয়াছে তাহাও নূতন। অ.পাততঃ শব্দ ও বিজ্ঞান শাস্ত্রাদির অনুশীলন প্রাদুর্ভাবে, সভ্যতার সমাগমে ও ভিন্নজাতীয় লোকের সহিত সহবাসে অস্মদ্দেশীয়দিগের ভাব, মতি, ও রুচির বহু বিপর্য্যয় হইয়াছে, সুতরাং প্রাচীন প্রণালীর রচনাদি পাঠ করিয়া তাঁহাদিগের তৃপ্তি জন্মে না, কিন্তু প্রকৃতি-প্রেমের রচনায় নব্য পাঠকমণ্ডলীর মনোরঞ্জন করিবার বিশিষ্ট উপাদান নিতান্ত আছে। রায় মহাশয় এই কাব্য খানি কোন প্রিয়তম ছাত্রের কবিতায় প্রতিভার উৎসাহবৃদ্ধি নিমিত্ত করিবার জন্য প্রণয়ন করিয়াছেন। এই হেতু তিনি অপূর্ব্ব কৌশল করিয়া প্রসঙ্গসঙ্গতি ক্রমে মধ্যে মধ্যে কাব্য রচনার অনেক বিধি ও ব্যবস্থা প্রদর্শন করিয়াছেন। তৎপাঠে কেবল তাঁহার ছাত্রেরই উপকার হইবে এমত নহে অস্মদ্দেশীয় কবি ও গ্রন্থকারদিগের বিপুল উপকারের সম্ভাবনা। অপর, দেশীয় ভাষাশিক্ষা ও তাহার উন্নতি সাধন এবং ঐকমত্য অবলম্বন ও সভ্যতার সর্ব্বাঙ্গীন বিষয়ে তিনি যে যে কথা লিখিয়াছেন সে সমুদায় গুলিই যুক্তিসিদ্ধ বিশেষতঃ এই কাব্য খানির মধ্যে একটিও অসার ও অশ্লীলতার কথা নাই। ইহার সরস ও মনোহর ভাব ও পূর্ব্বোক্ত প্রভৃতি অতি মনোহর ও উৎকৃষ্ট হইয়াছে। পদবিন্যাস এমনি সরল ও শ্রুতিমধুর পড়িলে বোধ হয় যেন অবলীলাক্রমে লেখনী হইতে বিনির্গত হইয়াছে। আর সমস্ত রচনায় এমনি রূপে আছে যে দুরূহ শব্দ ইতর ও অনাভিধানিক শব্দ প্রযুক্ত হয় নাই, এবং অতিকটু ও অশ্লীলতা প্রভৃতি দোষও কোন স্থানে লক্ষিত হইতেছে না। আদ্যোপান্ত এক ছন্দে রচনা করিলে কাব্য অতি নীরস হয় বলিয়া প্রকৃতিপ্রেম নানা ছন্দে রচিত হইয়াছে। নানাবিধ ছন্দ থাকাতে ইহার আরো অধিক মিষ্টতা হইয়াছে এই গ্রন্থে বাঙ্গালা ব্রজবোলী ও সংস্কৃত ভাষানুযায়ী নানাপ্রকার ছন্দ আছে। প্রকৃতিপ্রেমের ২ পৃষ্ঠায় তোটক ছন্দে নারদ ঋষির যে সঙ্গীত রচিত হইয়াছে তাহা অতি মনোহর। সর্ব্বাপেক্ষা চতুর্থ সর্গের শেষে ১০৮ পৃষ্ঠায় ব্রজভাষায় সঙ্গীতছন্দানুযায়ী কয়েক পংক্তি অতিশয় শ্রুতিসুখাবহ হইয়াছে। নিম্নে কতিপয় পংক্তি উদ্ধৃত হইল, পাঠ করিলেই পাঠকগণ রায় মহাশয়ের রচনাশক্তি অনুভব করিতে পারিবেন।

রজনী অবসান রে।
পিককুল প্রভাতমঙ্গল করে গান রে॥
তায় প্রাচী দিগীশ্বরী, বুঝি নিদ্রা ভঙ্গ করি,
প্রাণপতি দিবাকরে করেন আহ্বান রে।
তাতে রক্তমণি বলে, সকলে বালার্ক বলে,
কার সাধ্য তার স্তব করিতে সন্ধান রে॥
বন্ধু হেরি সরোৎপল, ভাবে ভগ্ন টল টল,
মনসুখে নীরে ভাসে সহাস্য বয়ান রে।
মধুকর মধুব্রতী, গুন গুন রব করি,
বুঝি কালগুণ গেয়ে করে মধু পান রে॥
নানা পক্ষী নানা স্বরে, কিবা কলধ্বনি করে,
বুঝি তারা প্রকৃতির করিছে ব্যাখ্যান রে।
বহে মন্দ গন্ধবহ, দ্বারে দ্বারে অহরহ,
প্রভাতের সমাচার করে বুঝি দান রে॥
নব দূর্ব্বাদলোপরি, নীহার কি শোভা মরি,
যেন নীল মারকতে বেদের সন্ধান রে।
বুঝি বা প্রকৃতি সতী, ভাবে ভোর হয়ে অতি,
প্রেম অশ্রুপাত করে হয় অনুমান রে॥
ভাবুক গায়কে রাগে অপূর্ব্ব রাগিণী রাগে,
হরিগুণ গায় কিবা ভুবিরে সুতান রে।
বাজে কি শ্যামের বাঁশী, কিবা একি সুধারাশি,
কিবা পিক কাকলী না হয় ভেদজ্ঞান [illegible]
গোপাল গোধন লয়ে, আনন্দে মগন হয়ে,
মুরলী বাজায়ে করে গোষ্ঠেরে প্রয়াণ [illegible]
এ ভাব দেখিলে পরে, মনে পড়ে নটবরে,
মনে পড়ে গোষ্ঠলীলা হয়ে ব্যগ্রপ্রাণ [illegible]
মত্ত চোর নিশাচর, হেরি প্রভাকরকর,
সচকিত হয়ে সবে সরিছে প্রস্থান রে [illegible]
মহাপাপী মৃত্যুকালে, যেমন দেখিয়ে কালে [illegible]
ভয়ে থরথর করি হয় কম্পমান রে॥
জীবের চঞ্চল চিত, থাকে স্থির প্রফুল্লিত,
করে জীব নানা মত কর্ম্মের বিধান রে [illegible]
বুঝি এই কালে মন, অমূল্য যৌবন ধন,
পাইয়ে হয় না নানা গুণের নিধান রে [illegible]

আমাদিগের মিত্রের গ্রাম্যধর্ম্মাবল[illegible] বন্ধু যে কথা বলেন, তাহা বড় অযথার্থ নয় [illegible] অ.জিও যদি আমরা কবিত্বশক্তি প্রকা[illegible] কৃষ্ণলীলা বর্ণন ব্যতিরিক্ত বিষয়ান্তর না প[illegible] তাহা হইলে আমাদিগের কি উন্নত[illegible] শক্তি ও নূতন রচনার ক্ষমতা হইল [illegible] কৃষ্ণলীলা বর্ণন করিতে গেলে অধিকা[illegible] স্থলে ভাবেরও নূতনত্ব থাকা ভার।

লণ্ডন ১৫ই মার্চ ১৮৭২।

প্রিয় সম্পাদক! আপনার পাঠক[illegible] শুনিয়া আহ্লাদিত হইবেন যে, তাড়িত[illegible] তারের দ্বারা ভারতবর্ষীয় সংবাদ ১৫ মি[illegible] র মধ্যে বোম্বাই হইতে এখানে উপস্থি[illegible] হইয়াছে। অল্পকালের মধ্যে আপন[illegible] স্বদেশে বসিয়া একদিনের পর্য্যুষিত বি[illegible] শীয় সমাচার শ্রবণ করিবেন।

সমাচারপত্রে দাম্পত্য-বিয়োগ সম্ব[illegible] নিম্ন লিখিত কয়েকটি বিশেষ সংবাদ প্র[illegible] শিত হইয়াছে। ১৮৫৮ খৃষ্টীয় শকের [illegible] জানুয়ারি এখানে দাম্পত্য-বিয়োগ বিচারা[illegible] স্থাপিত হয়। তদবধি উক্ত বিচারালয়ে [illegible] ৭১ শকের ৩০এ জুলাই পর্য্যন্ত সর্ব্বশুদ্ধ [illegible] খানি আবেদন পত্র অর্পিত হয়। ১৮২৩ [illegible] [illegible]ধি ১৮৭১ পর্য্যন্ত স্বামীর স্ত্রীকে ও স্ত্রীর স্বা[illegible] কে পরিত্যাগ করিয়া স্বতন্ত্র বাস করিবার জ[illegible] প্রায় ২৩৮ খণ্ড আবেদন পত্র প্রাচীন [illegible] [illegible]য় বিচারালয়ে সমর্পিত হয়; তন্মধ্যে স্বা[illegible] চার জন ১০৫, নিষ্ঠুরতা জন্য ১২৫, প[illegible]

ত্যাগ করিয়া পলায়ন নিরস্ত হয়। নবীন বিচারালয়ে ১১ই জানুয়ারি অবধি ৩০এ জুলাই পর্যন্ত ৪১৬টি বিষয়ে দাম্পত্যবিয়োগ সিদ্ধান্ত হইয়াছে, ২৯টি মোকদ্দমা অগ্রাহ্য হইয়াছে, এবং ৩১৫টি বিষয়ে আসামী উত্তর দেয় নাই। ১৮৫১ শকের ৩০এ জুলাই দাম্পত্য-বিয়োগের নিমিত্ত ৭৪খান আবেদন পত্র বিচারালয়ে সমর্পিত হয়।

২০এ মার্চ।

অদ্যকার হাঁগার্ড পত্রে 'ভারতবর্ষ বিষয়ে সাবধান' এই নামে একপ্রস্তাব প্রকাশিত হইয়াছে, ভারতবর্ষীয়েরা রাজপুরুষদের প্রতি অসন্তুষ্ট, ইহা প্রতিপাদন করা উক্ত প্রস্তাবের উদ্দেশ্য। নিম্ন লিখিত কয়েকটি বিষয় সাধারণ অসন্তোষের কারণ বলিয়া নির্দ্দেশিত হইয়াছে। যথা নূতন নূতন টাক্স, লবণ ও তামাকের উপর শুল্ক; আর একটী নূতন ব্যবস্থা, যাহার দ্বারা ভারতবর্ষের অনেক ক্ষমতাবান্ ব্যক্তি রাজস্ব সংগ্রহের পৈতৃক অধিকার হইতে পরিচ্যুত হইয়াছেন; পল্লীগ্রামের বহুকাল ক্রমাগত নিয়মাদির প্রতি হস্তার্পণ; গ্রামের মণ্ডল দিগকে পদচ্যুত করিবার চেষ্টা, প্রজাদের ধর্ম্মবিষয়ে কোন প্রকার প্রতিবন্ধকতাচরণ; এবং শস্যাদির মূল্য ন্যূন। লেখক সর্ব্বশেষে এই অভিপ্রায় [illegible] করিয়াছেন যে রাজপুরুষেরা নানা [illegible]বিধব্যবস্থা পরিবর্তন করিতে গিয়া যেন [illegible] আর ভারতরাজ্যে অগ্নি প্রজ্বলিত করিয়া [illegible] তুলেন।

[illegible] আপনার পাঠকদের মধ্যে অনেকে উই[illegible] হৌইটের নাম শুনিয়া থাকিবেন, কেহ কেহ, বোধ করি তাঁহার ও তাঁহার স্ত্রীর আদরণীয় পুস্তক সকল পাঠ করিয়াছেন। উইলিয়ম হৌইট্ চল্লিশবর্ষ যাবৎ গ্রন্থ কর্তৃত্ব সম্পন্ন করিয়াছেন, কিন্তু আশ্চর্য্যের বিষয় এই যে তিনি ন্যায্য অথবা অন্যায্য রূপে হউক, পুস্তকবিক্রেতাদের সহিত বিবাদ না করিয়া থাকিতে পারেন না। এইরূপ বিবাদের নিমিত্ত তিনি বহুকালাবধি প্রসিদ্ধ আছেন। সংপ্রতি ঐ প্রকার এক বিবাদে প্রবৃত্ত হইয়া পরাজিত হইয়াছেন। তিনি হাল ও বর্ট্‌ন নামক মুদ্রাকর দিগকে চারিবর্ষের নিমিত্ত এক পুস্তকের স্বত্বাধিকার বিক্রয় করেন। মুদ্রাকরেরা ঐ চারিবর্ষের মধ্যে এত পুস্তক মুদ্রিত করিয়াছিলেন যে চারিবর্ষ অতীত হইয়াছে তথাপি সমুদায় নিঃশেষিত হয় নাই, সুতরাং তাঁহারা অদ্যাপি ঐ পুস্তক বিক্রয় করিতেছেন। হৌইট্ বিচারালয়ে অভিযোগ করিলে এই সিদ্ধান্ত হইল যে ঐ চারিবর্ষের মধ্যে যতখণ্ড পুস্তক মুদ্রিত হইয়াছে, তাহা বিধিবোধিত, অতএব নিরূপিত সময় অতীত হইলেও সেই পুস্তক সকল ন্যায্যরূপে বিক্রীত হইতে পারে। কিন্তু সাধারণে অবিচারে দোষার্পণ করিতেছেন।

সম্রাট্ নপোলেঅন্ জুলিয়স্ কেশরীর ইতিহাস' নামক এক পুস্তক দ্বারায় প্রচারিত করিবেন; মকার্ নামক কবি সম্রাটের আদেশে ঐ পুস্তক হইতে এক নাটক প্রস্তুত করিতেছেন। ইংরেজেরা বিদ্রূপ করিবার এক ছল পাইয়াছেন।

ফরাশীশ দেশীয় রাজকুমারসম্বন্ধে শ্রুত হইল যে গত ১৬ই মার্চে তিনি সপ্তম বর্ষে প্রবেশ করিয়াছেন। বড় মানুষের সন্তানেরা নানা বিষয়ে প্রশংসা লাভ করিয়া থাকেন কেহই দরিদ্রের অনুসন্ধান করেন না; কিন্তু সর্ব্ববাদিসম্মত রূপে শুনিতে পাওয়া যায় যে ক্ষুদ্র নপোলেঅন অসাধারণ বুদ্ধিমান্, তিনি সপ্তমবর্ষে কেবল প্রবেশ করিয়াছেন, অথচ চারিটি পৃথক ভাষায় কথোপকথন করিতে পারেন, মল্লবিদ্যায় বিলক্ষণ পটু হইয়াছেন; তিনি উত্তম অশ্বারূঢ়, সদাপ্রফুল্লচিত্ত, এবং সাধারণের অনুরাগভাজন। বলিতে কি, পূর্ব্বদেশীয় যে সকল রাজপুত্রের বিষয়ে গল্প শুনা যায়, ফরাশী রাজকুমার বস্তুতঃ তদনুরূপ।

আমেরিকার ওহিও প্রদেশে সিকাজা ফিলিপ্‌স্ নামক এক 'নিগ্রো' (অর্থাৎ আফ্রিকার কৃষ্ণপুরুষ) ১২৫ বৎসর বয়সে সংপ্রতি প্রাণত্যাগ করিয়াছে।

সংপ্রতি প্যারিসনগরের বৃক্ষসকল মুকুলিত হইয়াছে; যে কেহ প্যারিস অলৌকিক চমৎকারিত্ব প্রত্যক্ষ করিয়াছেন, তিনিই বুঝিতে পারিবেন যে তথাকার বৃক্ষসকল মুকুলিত ও সুবাসিত হইলে তথায় গন্ধর্ব্বলোক তুল্য স্বর্গের অনুভব হয়।

অস্ট্রিয়ার সম্রাট্ হাঙ্গিস্ দোয়েক অর্শান্ প্রধানদিগকে একত্রিত করিবার চেষ্টা করিতেছেন।

গ্রীসের উপদ্রব স্থগিত হইবার উপক্রম হইতেছে, মহারাজ ওথো এক ঘোষণাপত্র প্রচার করিয়াছেন, এবং বিদ্রোহীদিগকে দমন করিবার নিমিত্ত প্রজাবর্গকে আহ্বান করিয়াছেন।

অবগতি হইল যে এক ফরাশীশ আমেরিকার চিলীপ্রদেশে বাস করিয়া তথাকার লোকের এমত প্রিয় হন যে তাহারা তাঁহাকে রাজত্ব প্রদান করে, সংপ্রতি তিনি প্রতিবেশী জাতিদের সহিত যুদ্ধে পরাজিত হইয়া, বন্দী হইয়াছেন।

পার্লিমেন্ট সমাজ মন্দীভাবে চলিতেছে। গত ১৭ই মার্চ বিকালে হৌস্ অফ লর্ডে উপস্থিত ছিলাম, লর্ড নর্ম্মানবি ইটালি সম্বন্ধে একঘণ্টারও অধিক কাল এক বক্তৃতা করেন, তৎকালে অন্যান্য সভ্যের কথা দূরে থাকুক, 'পর্দ্দি' স্থিত স্বয়ং লর্ড চান্সেলরও বিলক্ষণ অনামনস্ক হইয়া ছিলেন, কেবল লর্ড রসেল্ বিরুদ্ধ বক্তৃতা করিতে হইবে বলিয়া অবধান করিয়াছিলেন। মাদৃশ ব্যক্তিদের ইহা বিস্ময়কর বোধ হয় যে যে ইংরেজেরা সামান্যগৃহের মধ্য পাঁচজন একত্রে বসিয়া একজনকে অন্যবহিত দেখিলে দুঃশীল বলিয়া থাকেন, তাঁহারা মহাসভায় অনবধানতাকে দূষণীয় জ্ঞান করেন না।

'এক্‌জিবিশনের' অট্টালিকা সম্পূর্ণ হইয়া আসিতেছে; উহা 'ক্রিষ্টাল প্যালেসের' অপেক্ষা নিকৃষ্টতর হইয়াছে, অট্টালিকার ইষ্টকময় ভিত্তি দেখিলে প্রকাণ্ড ভাণ্ডাগারের ন্যায় বোধ হয়, একজন ফরাশীশের লিখিত এই বিষয়ের এক কৌতুক জনক পত্র টাইম্‌স পত্রে প্রকাশিত হইয়াছে। বাঙ্গালাভাষায় অনুবাদ করিয়া তাহার স্থিরতা ও কৌতুকাবহতা রক্ষা করা ভার।

২১এ মার্চ।

মহারাজ্ঞী বিক্টোরিয়ার চরিত্র বিষয়ে বক্ষ্যমাণ আখ্যায়িকা শ্রুত হইল। অল্প দিন পূর্ব্বে ওআইট দ্বীপস্থ অস্‌বর্ণ নামক রাজনিকেতনের পুরোহিত প্রয়োজনবশতঃ রাজবাটীর নিকটস্থিত এক প্রাচীন ও দরিদ্র ব্য-

নর গৃহে গমন করেন। তিনি আর উভয় দি
রিয়া দেখিলেন এক এক লোক কিছু পরিচিত।
া রুগের শয্যাসন্নিধানে বসিয়া বাইবেলের আ-
শ্বাসজনক বাক্য সকল পাঠ করিতেছেন। সু-
তরাং তিনি প্রস্থান করিতে উদ্যত হইলেন।
রুগ্ন স্ত্রী ইহা দেখিয়া বলিলেন মহাশয়!
গমন করিবেন না। এ অবস্থায় রুগের পক্ষে
আপনার ন্যায় ব্যক্তির উপদেশ সাতিশয় উপকার
জনক? এই বলিয়া রমণী প্রস্থান করিলেন।
অবশেষে জানা হইল যে মহারাজ্ঞী স্বয়ং নি
জ রোগগ্রস্ত ভৃত্যকে ধর্মোপদেশ শুনাইতে
ছিলেন।

আমেরিকার রাজসভাপতি গ্রিন্‌ এ-
প ঘোষণাপত্র প্রচার করিয়াছেন যে যুদ্ধে
বহুতর অর্থব্যয় হইতেছে। ঐ অর্থ সংযোগ
করিয়া দিতে পারিলে ক্রীত দাসদিগের মুক্তি
সাধন হইতে পারে। বোধ হয় অনেকে ইহাতে
সম্মত হইতে পারে। এরূপ হইলে যুদ্ধেরও
শেষ হইবে এবং দাসদেরও মুক্তিদানরূপ
সৎকার্য্য সিদ্ধ হইবে। ইংলণ্ডের নৈসর্গিক
অবস্থার বর্ণন শুনা যায়। এই বলিয়া মনকে
প্রবোধ দিতে ছিলাম যে শীতপ্রস্থান করিয়া-
ছে, অদ্য প্রাতে উঠিয়া দেখি যে মেদিনী
শ্বেত তুষার বস্ত্রে আবৃতা হইয়াছে। এখানে
কখন গ্রীষ্ম, কখন শীত, এবং কখন বর্ষা
তাহার স্থিরতা নাই।

ছটশতের অধিক কুলি অল্পকাল পূর্ব্বে
কলিকাতা হইতে জামাইকা দ্বীপে প্রেরিত
হয়, তাহারা উক্তিস্থানে উত্তীর্ণ হইয়াছে।

আমেরিকার দক্ষিণপক্ষীয়েরা পাছে শত্রু
হস্তে পড়ে এইজন্যে স্বদেশে যত তুলা ও তা
মাক সঞ্চিত আছে, সমুদায় দগ্ধ করিবার
মনোযোগ করিতেছে।

২৩এ মার্চ।

গত শনিবারের স্পেক্টেটর পত্রে ভারত
বর্ষীয় উপযুক্ত লোকদিগকে সম্মান জনক পদ
প্রদান বিষয়ে এক সুচারু ও অপক্ষপাতযু-
ক্তি প্রস্তাব প্রকাশিত হইয়াছে। উহা পাঠ
করিয়া সাতিশয় তুষ্ট হইলাম। লেখক অবি-
সম্বাদিত রূপে প্রতিপাদন করিয়াছেন ভারত-
বর্ষীয় লোকদিগকে ইংরেজ নির্বিশেষে শাসন
করা রাজপুরুষদের সর্বতোভাবে কর্তব্য।
ইংরেজ ও ভারতবর্ষীয়দিগের পরস্পর সম্বন্ধ
ক্রমশঃ নিকটতর হইতেছে। ইহা পরম আ-
হ্লাদের বিষয় যে ভারতবর্ষীয়েরা কুসংস্কার বর্জন
করিয়া ইংলণ্ডে সর্বদা আগমন করেন
তাহা হইলে আমাদের দেশের উন্নতির পথ
অধিকতর পরিষ্কৃত হইবে। আমি অনতি বি-
লম্বে লণ্ডনে স্বদেশীয় ভ্রাতৃবর্গের মুখাব-
লোকন করিবার প্রত্যাশা করিতেছি।

২৪এ মার্চ।

ভারতবর্ষে নানা স্থানে অনতিদীর্ঘ
লৌহ বর্ত্ম নির্ম্মাণার্থ এক কম্পানি স্থাপিত
হইবে। নাপল্‌স্‌ প্রদেশে প্রাচীন 'গোঁড়া'
খৃষ্টানদের সহিত নবীন সম্প্রদায়ের
এক বিবাদ হইয়াছে। অনেকের অভি
প্রায় এই যে পৃথিবীতে ধর্ম (যথা খৃষ্টান ধ
র্ম, মুসলমানধর্ম ইত্যাদি) আছে বলিয়া
মনুষ্য কুল রক্ষা পাইতেছে, কিন্তু অপক্ষপা-
তে বিচার করিয়া দেখিলে বোধ হইবে যে
পৃথিবীতে এপর্য্যন্ত যত দুর্গতি ঘটিয়াছে,
তাহার অর্দ্ধেক কেবল উক্ত রূপ ধর্ম্মের নি-
মিত্ত।

২৫এ মার্চ।

আমেরিকার 'ফেডেরলেরা' ক্রমিক জয়-
লাভ করিতেছে।

লণ্ডনস্থ আমেরিকাদেশীয় জর্জ পিবডি
লণ্ডনের দরিদ্রদের উপকারার্থ পঞ্চদশ লক্ষ
মুদ্রা দান করিয়াছেন।

লণ্ডনে এক সভাস্থাপনার্থ পুরুষোত্তম
মুতলিয়রের মুদ্রিত প্রস্তাব প্রাপ্ত হইয়াছি।
ভারতবর্ষ হইতে যদি কতিপয় উপযুক্ত ব্য-
ক্তি প্রেরিত হন তবেই তাঁহার মহৎ অভি-
প্রায় সিদ্ধ হইবার সম্ভাবনা।

লণ্ডন ২৬এ মার্চ ১৮৬২।

শ্রীউমেশচাঁদ দত্ত।

বিবিধ সংবাদ।

১৬এ বৈশাখ সোমবার।

চীন দেশে একণে ১৭১২ টাকায় মালব-
দেশীয় অহিফেনের বাক্স বিক্রীত হইতেছে।
কিয়দ্দিবস তথায় ভারতবর্ষ অপেক্ষা অল্প-
মূল্যে অহিফেন বিক্রীত হয়।

আগামি সোমবার লেড সাহেব তালহো-
সি ইনষ্টিটিউট সভায় ভারতবর্ষীয় ভিন্ন ভি
জাতি ও তাঁহাদিগের ভাষার বিষয়ে এক প্র
স্তাব পাঠ করিবেন।

বণিক সম্প্রদায়ের অনুরোধ অনুসারে
ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট সঙ্কল্প করিয়াছেন
তুলা ও রেসমের কাপড় উভয়েরই এক প্রকা
র শুল্ক গ্রহণ করিবেন।

ফিনিক্স সম্পাদক জিজ্ঞাসা করিয়াছে
"অচিহ্নিত কর্ম্মচারিদিগের আবেদনের কি
হইল?" চিপ সেক্রেটারির বাক্সে কাগজে
ঢুকিতে আছে।

উক্ত সম্পাদক ব্যক্ত করিয়াছেন ইংলণ্ড
হইতে সুশিক্ষিত যুবক আসিয়া আকাউণ্টেণ্ট
আফিসে নিযুক্ত করা হইবে। এদেশে কি বি
লাতী কম কমে না?

ভাগলপুরের কর্ণেল বাকজোনাহুক এক
এক জন ইউরোপীয় তুলা ও পাট পরিষ্কা
করিবার এক নূতন যন্ত্র প্রস্তুত করিয়া গবর্ণ
মেণ্টের নিকটে এক পাটেণ্ট (কেবল ক্রিমি
এই যন্ত্র বিক্রয় করিবেন তাহার অনুমতি
পত্র) লইয়াছেন।

৩০এ এপ্রেল অবধি সম্বলপুর জেলা বঙ্গ
দেশীয় গবর্ণমেণ্টের হস্ত হইতে গবর্ণমেণ্টে
হস্তে গিয়াছে। ইহা মধ্যভারতবর্ষের কমি
সনরের অধীনস্থ হইবে।

দিল্লী গেজেট সম্পাদক আক্ষেপ করিয়া
ছেন ভারতবর্ষীয় রেইলওয়ে কোম্পানি অ
লাহাবাদ হইতে আগ্রাক রাজিমোহ
বাষ্পীয় শকট প্রেরণ করেন না, তাহাতে ই
উরোপীয়দিগের অসুবিধা হয়। সম্পাদ
ব্যক্ত করিয়া বলিয়াছেন, কোম্পানি এতদে
শীয় আরোহীদিগের নিকটেই প্রায় সমুদা
লাভ হয় বলিয়া ইউরোপীয়দিগের জন্য কি
কিছু করিতে চাহেন না। কোম্পানি শ্রীরা
কারীদিগের জন্য ক্ষতি সহ্য করেন না এ ব
অন্যায়!!

বোম্বাই গবর্ণমেণ্ট আজ্ঞা করিয়াছেন
জেতা অবৈতনিক ব্যবস্থাপকদিগকে পাথে
প্রভৃতির জন্য ২০০০ টাকা প্রতি সেসির
দেওয়া হইবে। সাবারের নবাব সম্প্রতি
২৮০০ টাকা পাইয়াছেন। তবে বেতনের ব্য
স্থা করা হউক না কেন?

করাচির এক সংবাদ পত্রে লিখিত হইয়

এই, রুশীয়দিগের সহায়তায় পারস্য দেশীয়রা হেরাট অধিকার করিয়া কাস্পাতের আক্রমণ করিয়াছে। এখন রুশীয়দিগের বলই প্রবল।

কর্ণেল ক্রম কর্ণেল আলকোরের পরিবর্ত্তে বিদ্রোহিবিনাশসৈন্যদলের অধ্যক্ষ হইয়াছেন।

ঢাকানিউস সম্পাদক বলেন সুবারখাঁর বন্ধ্যাকারী ছিদিকে সম্প্রতি ঢাকায় দেখা গিয়াছিল এবং বোধ হয় সে ঢাকার নিকটবর্ত্তি কোন পল্লীগ্রামে আছে। সে যে ধরা পড়ে না সে কেবল পুলিষকর্ম্মচারিদিগের গুণ।

রুশীয়ার সুবিখ্যাত মন্ত্রি কাউন্ট নেসেল রোডের ৮২ বৎসর বয়সে মৃত্যু হইয়াছে। নেসেল রোড এক জন প্রধান সান্ধিবিগ্রাহিক বলিয়া বিখ্যাত ছিলেন। নেপোলিয়নের বিপত্তির পর বিয়ানানগরে যে সভা হয়, তিনি তাহার মধ্যে এক জন প্রধান ছিলেন।

গবর্ণমেণ্ট অরহিয়ার খসিয়াদিগের নিকটে ইনকমটাক্স লইবার আজ্ঞা দিয়াছেন। এ দিকে চা-করেরা ও তাহাদিগকে বিনা বেতনে খাটাইবার চেষ্টায় আছেন। ও দিকে গবর্ণমেণ্ট ইনকমটাক্স লইতে চলিলেন, সোনায় সোহাগা হইল।

রঙ্গপুরে ওলাউঠার প্রাদুর্ভাব হইয়াছে।

ঢাকাপ্রকাশসম্পাদক বলেন চট্টগ্রামে একটি শাখা ভারতবর্ষীয়সভা সংস্থাপিত হইয়াছে। প্রজাদিগের কষ্ট নিবারণ করা তাঁহাদিগের উদ্দেশ্য। সম্পাদক ঢাকার লোকদিগকে এবিষয়ে মনোযোগী হইতে অনুরোধ করিয়াছেন। ঢাকা কৃষ্ণনগর ও যশোহরে এপ্রকার সভা হওয়া নিতান্ত আবশ্যক।

উক্ত সম্পাদক আরও বলেন তত্রত্য কোন বিচারপতি বিচারাসনে বসিয়া স্বচ্ছন্দে সকলকে গালি দেন, মধ্যে মধ্যে ঘুসিও আছে। এ বিষয় কর্তৃপক্ষের গোচর করিবার জন্য এক সভা করিলে কি ভাল হয় না?

২৪এ বৈশাখ মঙ্গলবার।

সর বর্টল ফ্রার্ক বোম্বাই নগর ত্যাগ করিয়াছেন। তত্রত্য সাটর্ডে রিবিউ সম্পাদক এই আক্ষেপ করিয়াছেন ভূতপূর্ব্ব শাসনকর্ত্তা ব্যবস্থাপক সভার অধিকাংশ এতদ্দেশীয়দিগকে বিযুক্ত করিয়াছেন, কিন্তু তিনি এমন সময়ে স্বজাতিদিগের নিকটে এতদ্রূপ প্রশংসা হন নাই। সর বর্টল ফ্রার্ক দুইবার বোম্বাইবাসিদিগের অপমান করেন। প্রথম তিনি প্রথমবার দরবার করেন, তখন তাঁহারা জুতা লইয়া গৃহে প্রবেশ করাতে শাসনকর্ত্তা আসন হইতে গাত্রোত্থান অথবা টুপি খোলা ইহার কিছুই করেন নাই। দ্বিতীয়তঃ এতদ্দেশীয়েরা গবর্ণমেণ্টবাটীর প্রকাশ্য নৃত্য গীতের সময়ে আহূত হইতেন। সর বর্টল ফ্রার্ক তাহা বন্ধ করিয়া দেন। এই গুলিই রাগের কারণ বোধ হয়।

বোম্বাইয়ের ব্যবস্থাপক সভার অন্যতর সভ্য ফ্রিয়ার সাহেব (সর বার্টল ফ্রিয়ারের ভ্রাতা) একদিবস শকটে আরোহণ করিয়া যাইতেছিলেন এমত সময়ে শকটারোহী সর্ জেমসেট জি জিজিভাইয়ের ভাগিনা দ্রুতবেগে তাঁহার নিকট দিয়া গমন করেন, ব্যবস্থাপক সাহেব রাগান্বিতভাবে তাঁহাকে থামিতে বলিলেন। উক্ত পারসি ঘোড়া থামাইলেন। তাহার পর উভয়ে বাক্বিতণ্ডা হইতে লাগিল। ইতিমধ্যে পারসী উক্ত সাহেবকে এক চাবুক মারিলেন (বোধ হয় সাহেব কটু বলিয়া থাকিবেন)। তন্নিমিত্ত ফ্রিয়ার সাহেব পুলিসে নালীশ করেন, কিন্তু শেষে উভয়ে রফা করিয়াছেন। "কেঁচো খুঁড়িতে খুঁড়িতে সাপ বাহির হয়।"

কাবুল হইতে সংবাদ আসিয়াছে দোস্ত মহম্মদ খাঁ ১৭ই এপ্রেল কান্দাহার যাত্রা করিয়াছেন। তাঁহার সহিত বিস্তর সেনা গিয়াছে, কাবুলে একটি জনরব উঠিয়াছে এই সুযোগে ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট ঐ দেশ অধিকার করিবেন। এই জনরবটী আমাদিগের গবর্ণমেণ্টের সৌজন্যের পরিচায়ক বটে।

পঞ্জাবের লেফ্টেনেণ্ট গবর্ণর আজ্ঞা করিয়াছেন ঐ প্রদেশের যে সকল দরিদ্র কৃষককে দুর্ভিক্ষের পর গো মহিষ ও শস্যাদিবীজ ক্রয় করিতে টাকা দেওয়া হয়, তাহারা দুই বৎসরের পর চারি কিস্তিতে টাকা দিবে। তহসিলদারেরা এইসকল টাকা আদায় করিবার ভার প্রাপ্ত হইয়াছেন। গবর্ণমেণ্ট স্পষ্ট আজ্ঞা দিয়াছেন কৃষকদিগের যেন কোন কষ্ট না হয়। গবর্ণমেণ্টের এ দয়া নীলকরদিগের এইপ্রকার দয়াকে জিতিয়া উঠিতে পারে না।

হরকরা সম্পাদক সিঙ্গাপুর হইতে সংবাদ পাইয়াছেন সম্প্রতি চীনদেশীয় বিদ্রোহীদিগের সহিত ইংরাজ ও ফরাশী সেনাদিগের যে যুদ্ধ হয় তাহাতে অনেক ইউরোপীয়ের মৃত্যু হইয়াছে এবং রণতরির অধ্যক্ষ ... গুরুতর রূপে আহত হইয়াছেন। ... ফরাশী সেনা হং কং হইতে উত্তর চীনে গমন করিয়াছে। তত্রত্য শিশু সম্রাট ... পিকিনে ... অধ্যয়ন আরম্ভ করিয়াছেন। ... অবধি বিদেশীয়েরা প্রবেশিকা ... পিকিন দর্শন করিতে পারিবেন।

আবা দ্বীপের নিকটে বোম্বেটিয়া ... সবিশেষ প্রাদুর্ভাব হইয়াছে।

উক্ত সম্পাদক শ্রবণ করিয়াছেন যাপানের প্রতিনিধি কর্ত্তা সাহেব ৮ই মে ইংলণ্ডে গমন করেন। তিনি এক কালে পদত্যাগ করিয়াছেন। পুরাতন লোকের সকলেই গমন করিলেন।

ইংলিসমান সম্পাদক কাছাড় হইতে সংবাদ প্রাপ্ত হইয়াছেন, সম্প্রতি একদল নাগা হমংচু নামক এক খানি গ্রাম দগ্ধ করিয়াছে। জয়ন্তিয়ার কমিসনর প্রধান ও অপ্রধান সাধারণে ক্ষমা করিবার ঘোষণা করিয়া না দিলে শীঘ্র উপদ্রব শান্তির সম্ভাবনা নাই।

উক্ত পত্রে প্রকাশিত হইয়াছে সম্প্রতি কএকজন নাগা দুইজন সিপাহীকে আহত ও এক ব্যক্তিকে হত করিয়া পলায়ন করে। পরে পরস্পর বিবাদ করাতে তাহাদিগের এক ব্যক্তি গোয়েন্দা হইয়া অপর কএক জনকে ধরাইয়া দিয়াছে।

উক্ত পত্রের প্যারিসস্থ সংবাদদাতা বলেন ইংলণ্ডীয় ও ফরাশী গবর্ণমেণ্ট চীনদেশীয় সম্রাটের সহায়তা করিয়া বিদ্রোহীদিগকে দমন করিবেন সঙ্কল্প করিয়াছেন। বিদ্রোহীরা একণে যে অত্যাচার করিতেছে তাহাতে ইউরোপীয়দিগের বাণিজ্য নষ্ট হইবার সম্ভাবনা বলিয়াই পূর্ব্বোক্ত গবর্ণমেণ্টেরা এই কার্য্যে প্রবৃত্ত হইতেছেন।

হিন্দুপেট্রিয়ট সম্পাদক মিরেটের জেল দারোগা ডসেট সাহেবের মৃত্যুর বিষয় লিখিয়া আক্ষেপ করিয়াছেন প্রধানকর্ম্মচারাভিষিক্ত লোকেরা বিদ্রোহকালে সামান্য সাহস

প্রদর্শন করিয়া সম্যক্প্রাপ্ত হইয়াছেন কিন্তু তদ্রূপ অনেক দুষ্করকার্য্যে সাহস প্রকাশ করিয়াও দরিদ্রাবস্থায় প্রাণত্যাগ করিয়াছেন। ইংরাজ জাতির এইত দোষ, তাহাদিগের মুখে কেবল শুদ্ধ স্বাধীনতা স্বাধীনতা। এ গুণের পুরস্কার গুণের পুরস্কার এই পদ, কিন্তু ধন, সহায় ও প্রধানবংশ এই ত্রিবিধ সুবিধা না থাকিলে সহস্র গুণে উৎকৃষ্ট হইলেও কেহ উক্ত পদ লাভ করিতে পারে না।

উক্ত পত্রের লাহোরস্থিত সংবাদ দাতা বলেন তত্রত্য আবকারী সেরেস্তাদার বলেন সিপাহী বিদ্রোহকালে যখন রাও সাহেব বিঠুরের শাসন কর্তা ছিলেন তখন তাঁহার আজ্ঞানুসারে একজন উচ্চশ্রেণীর স্ত্রীলোক ও পুরুষের প্রাণবধ করা হয়। দোষীর দণ্ডের বিষয়ে আমাদিগের কোন আপত্তি নাই কিন্তু যেন ঐ অঞ্চলের বিচারপতিদিগের ন্যায় যে সে লোকের সাক্ষ্যে প্রাণহত্যা না করা হয়।

২৫এ বৈশাখ বুধবার।

মান্দ্রাজের আবকারী বাটকৌক কার্য্যে অদ্য এক বৎসর নিযুক্ত হইয়াছে। প্রধান বিচারপতি দণ্ডাজ্ঞা দিবার সময়ে এই বলিয়া আক্ষেপ করিয়াছেন যে তিনি বুদ্ধিমান লোক হইয়া কিরূপে ঐ অধন্য কার্য্য করিলেন। প্রধান বিচারপতি কারণীর যে বুদ্ধি দেখিয়াছেন, সে দুর্ব্বুদ্ধি।

ফিরিঙ্গের একজন পত্রপ্রেরক হুগলির চৌকিদারিটাক্স ও তত্রত্য মাজিষ্ট্রেট পামর সাহেবের স্বেচ্ছাচারিতার বিষয় লিখিয়া প্রচার করিয়াছেন। তিনি বলেন তত্রত্য শাখা ভারতবর্ষীয়সভা পামর সাহেবের অন্যায় ব্যবহারের বিষয় প্রধানতম কর্ত্তৃপক্ষের গোচর করিবেন। এদিকে পামর সাহেব প্রথমশ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইয়াছেন

বণিক সম্প্রদায় আপনাদিগের রিপোর্ট প্রকাশ করিয়াছেন। বিট্রজ উইলিয়ম সাহেব সভাপতির পদ ত্যাগ করাতে বুলেন সাহেব তাহাতে প্রতিষ্ঠিত হইয়াছেন। আমাদের বিষয় এই বণিক সম্প্রদায় রিপোর্ট মধ্যে নীলের কোন প্রসঙ্গ করেন নাই।

উত্তর সাগরে আবিষ্ক্রিয়াকারী সপ্ত জন ফ্রাঙ্কলিনের স্ত্রী কলিকাতায় আগমন করিয়াছেন। সপ্ত জন ফ্রাঙ্কলিন উত্তর সাগরে প্রাণ ত্যাগ করেন কিন্তু কোথায় তাঁহার মৃত্যু হয় তাহা স্থির না হওয়াতে ফ্রাঙ্কলিন নিজ ব্যয়ে অনেক লোককে তাঁহার অন্বেষণার্থ প্রেরণ করেন। উক্ত গুণবতী রমণী এক্ষণে ইংরাজদিগের ভিন্ন ভিন্ন উপনিবেশ দর্শন করিতেছেন। পতিপরায়ণা রমণী দুষ্কতের অলঙ্কার স্বরূপ।

ইংলিসম্যান সম্পাদক জলপাইগুড়ি হইতে সংবাদ পাইয়াছেন কুচবেহারের রাজাকে যে দুইশত সেনা দিবার কথা হয় তাহাদিগকে অদ্যাপিও প্রেরণ করা হয় নাই বোধ হয় হইবেও না।

উক্ত সম্পাদক বলেন শাসিরামের আইকে মাজিষ্ট্রেট নিয়ম বিরুদ্ধ বাণিজ্য ব্যাপারে লিপ্ত হওয়াতে ও উপঢৌকনাদি গ্রহণ করাতে তাঁহার বিচার হইবে। পাটনার কমিসনর ও জজ এবং সাহাবাদের কালেক্টর তাঁহার বিচার করিবেন। সিবিলিয়ানে সিবিলিয়ানের বিচার করিবেন। কারেল না একজন দুর্গম «পরীক্ষোত্তীর্ণ» সিবিলিয়ান?

মিটেন কার, খুই জাকসন, (মহীসুর জজ) ও কেম্প সাহেব প্রধানতম বিচারালয়ের সিবিলিয়ান বিচারপতি হইবেন, এবং বাবু রমাপ্রসাদ রায় এতদ্দেশীয় বিচার পতি হইতেছেন।

বোম্বাই গাটডে' রিবিউ সম্পাদক বলেন মাৰওয়ার হইতে যে ধাতুমিশ্রিত মৃত্তিকা প্রেরণ করা হয় ডাক্তর হেনস তাহা হইতে স্বর্ণ বাহির করিয়াছেন।

উক্ত সম্পাদক « ভারতবর্ষের বিপদ » এই শিরোনামের একপ্রস্তাবে ভারতবর্ষীয় গবর্ণমেন্টকে পুনর্ব্বার পারস্যদেশীয় রাজার সহিত যুদ্ধ করিতে অনুরোধ করিয়াছেন। গাটডে রিবিউর যেরূপ স্বভাব তাহাতে তাহাকে বোম্বাইয়ের ইংলিসম্যান বলিলে বলা যায়। গবর্ণমেন্ট যেন ঐ প্রকার লোকের কথায় ভারতবর্ষকে পুনর্ব্বার ঋণগ্রস্ত না করেন

বোম্বাই নগরে যেজর কর্ট সের এক জন পারসীর সহিত জুতা খুলিবার বিষয় লইয়া যে বিবাদ হয়, তদ্বিষয়ে উক্ত মেজর পারসীর নামে পুলিসে নালীশ করেন। কিন্তু তাঁহার আবেদন অগ্রাহ্য হইয়াছে। স্বদেশীয় সভ্য সম্প্রদায় পারসীদিগের দুষ্টাভিলাষী হউন।

ঢাকা নিউস সম্পাদক অবগত করিয়াছেন গবর্ণমেন্ট দেওয়ানী বিচারালয়ের আমীন দিগের কি বৃদ্ধি করিয়াছেন। লোকে এরূপ ভাবিবেন না যে আমীনেরা এই বর্দ্ধিত টাকা পাইবেন। তাঁহাদিগের নির্দ্ধারিত বেতন রহিয়াছে। এ কি গবর্ণমেন্টের কৌতুক নহে?

উক্ত সম্পাদক আরও বলেন ঢাকায় কাহারা নূতন জুরি হইয়াছেন তন্মধ্যে অনেকে নাম স্বাক্ষরও করিতে পারেন না। এবং ডোম ও চণ্ডালও তন্মধ্যে আছে, সুতরাং অনেকেরা জুরি হইতে ইচ্ছুক নহেন। জাতির জন্য আইনে বাধ না, মূর্খ লোকে কিপ্রকারে জুরি হইবে?

বিদ্যমোহন পত্রিকা সম্পাদক লিখিয়াছেন লাড এলগিন মুরশিদাবাদের নবাবের সহিত সাক্ষাৎ করেন নাই। লাড ডালহাউসি রাজা ও নবাবদিগের অবমাননা করিয়া ভারতবর্ষে অতি প্রসিদ্ধ হইয়াছেন কিন্তু কর্ণেল মেলিসির মতের লোক তাহা বুঝেন না।

রঙ্গপুর বিভাগের নিষিদ্ধ হইয়াছে তথায় প্রতিবৎসর অনেক বাটীতে যে সকল দেবের পূজা হইয়া থাকে ও অনেক লোকেরা দুই বাঁশ পুতিয়া তাহার উপরে ছিপ কাঁটা প্রভৃতি রাখিয়া তাহার চতুর্দিকে স্ত্রী পুরুষ একত্রিত হইয়া নৃত্য ও নানা প্রকার অশ্লীলব্যবহার করে। আমরা সকলে একত্র হইয়া কি এই সকল জঘন্য প্রথা নিবারণ করিতে পারি না?

আমরা মঙ্গলোদয় নামক একখানি মুদ্রিত সাপ্তাহিক পত্র পাইয়াছি। ইহা প্রতি মঙ্গলবারে প্রকাশিত হইবে। এক্ষণে তাহা যে প্রকারে লিখিত হইতেছে তাহাতে ভবিষ্যতে ইহা হইতে দেশের কল্যাণ সম্ভাবনা আছে।

প্রভাকরের কাশীর সংবাদ দাতা বলেন তত্রত্য লোকেরা গবর্ণমেন্টের নূতন লেখ লইতে অনিচ্ছা প্রকাশ করিয়াছেন।

ইংলিসম্যান সম্পাদক বলেন, ভারতবর্ষে বঙ্গদেশে প্রায় ১০০০ যুবা আসিয়া অকর্ম্মণ্য হইয়া বসিয়া আছেন। তাঁহাদিগকে কোন কোন কমিসনে নিযুক্ত করা অথবা তাঁহাদিগের অন্য ব্যবসায় অবলম্বন করিবার সকল সুবিধার পূর্ব্বে বিদায় দেওয়া কর্ত্তব্য। আমরা কি তাহাদিগের নিমিত্ত কতকগুলি নূতন পদের সৃষ্টি ... এই।

গবর্ণমেন্ট মজুরদিগকে যে অধিক বেতন ... উক্ত সম্পাদক তদ্বিষয়ে প্রতিবাদ করিয়া লিখিয়াছেন তাঁহাদিগের দোষেই চা-কর দিগকে ... টাকা করিয়া প্রত্যেক মজুরকে বেতন দিতে হইতেছে। গবর্ণমেন্টের বড় অন্যায় ... কারীরা ? যাহাতে এক টাকা ব্যয়ে ... টাকার দ্রব্য লইতে পারেন গবর্ণমেন্টের ... চেষ্টা করা কর্ত্তব্য। লাণ্ড হোলডার্স সভা ... আবেদন করিবার ত ভাল কারণ পাইয়াছেন ... চুপ করিয়া কেন ?

২৩এ বৈশাখ বৃহস্পতিবার।

বাবু ... কুমার মে-এম ডি, উপাধি প্রাপ্ত হইয়াছেন। কলিকাতার বিশ্ববিদ্যালয় এতদ্দেশীদিগকে প্রথম, এই উপাধি প্রদান করিলেন।

এক্ষণে গবর্ণমেন্টের ও ভিন্ন ভিন্ন ব্যাঙ্কের ... পাঁচ কোটি টাকার নোট চলিতেছে। ... দেশীয় ব্যাঙ্কের ৩৯,২৮,৮৩৪ বোম্বাইয়ের ...,৭৮,৬৮১ ও মান্দ্রাজের ব্যাঙ্কের ৬,৩৬,৭০০ টাকার নোট বাহিরে আছে।

ইংলণ্ডে সম্প্রতি এক হিসাব প্রকাশ হইয়াছে, তদ্দারা জানা যাইতেছে ভারতবর্ষে ... শুদ্ধ ১৮,৫৯,০৮,২৭৭ লোকের বাস আছে, ইহার মধ্যে ১৩৫২৫২,৯১১ লোক ইংলণ্ডেশ্বরীর ও ৫,০৪,৫৫,৩১ এতদ্দেশীয় ভিন্ন ভিন্ন রাজার প্রজা। সর্ব্ব শুদ্ধ ১১ ৪৯৫ বিদ্যালয় আছে। ইহাতে ১ ৩৬,৭৪২ জন ... প্রত্যহ অধ্যয়ন করে। বিদ্যার জন্য ... ২৫,৩১ ৭২০ টাকা ব্যয় হয়। এই হিসাবে সম্পূর্ণ রূপে আস্থা করা যায় না।

মান্দ্রাজ টাইমস সম্পাদক বলেন বাঙ্গালোরের ডাকঘরের এক জন কেরাণী পত্র হইতে নোট প্রভৃতি লইয়া পত্র গুলি এক কূপে নিক্ষেপ করিত। সে এই প্রকারে প্রায় ... টাকা অপহরণ করিয়াছে। তজ্জন্য পোষ্টমাষ্টার জেনেরাল সাহেব তাহাকে মুক্ত করিয়াছেন। তাহার ঘরের কর্তৃপক্ষ কি কোন আইনে চোরের উৎপাত শান্তি করিতে পারিবেন না ?

আমাদিগের সেনাদলের যে ব্যয় হইবে, সর্জেন বাণ্ডের কলিকাতা ত্যাগ করিবার পূর্ব্বে তাহার এক হিসাব প্রকাশ করিয়াছেন। তদ্দারা জানা যাইতেছে ১২,২২,০০, ০০০ টাকা ব্যয় হইবে স্থির হইয়াছে। এই হিসাবে সর্ব্ব শুদ্ধ ৭২,০০,০০০ টাকা বাঁচিবে।

সম্প্রতি ইংরাজসেনারা সাঙ্গের নিকটে চীনবিদ্রোহী দিগের কয়েকখানি যুদ্ধ জাহাজ অধিকার করিয়াছে। বিদ্রোহীরা শাসিত না হইলে তথায় বাণিজ্য চলা ভার।

সিন্ধুদেশীয় বিখ্যাত সেনাপতি জি, জ্যাকেব পদত্যাগ করিয়া ইংলণ্ডে যাইতেছেন। ঐ সেনাপতি সিন্ধুদেশের অনেক উৎকর্ষ সাধন করিয়াছেন। তিনি জেকবাবাদ নগর প্রতিষ্ঠা করিয়াছেন। ঐ নগর তাঁহার নামে বিখ্যাত হইয়াছে।

মান্দ্রাজের ১২ গণিত এতদ্দেশীয় সেনাদলের লেপটেনান্ট কর্ণেল টেম্পলের স্ত্রী জে, এম, লেগু, নামক এক জন চিকিৎসকের সহিত ব্যভিচারদোষদূষিত হওয়াতে কর্ণেল তাহাকে ত্যাগ করিবার আবেদন করিয়াছেন।

মহীসূরের রাজা ইংলণ্ডেশ্বরীকে কয়েকটি উৎকৃষ্ট গরু উপহার দেওয়াতে রাজ্ঞী অতিশয় আহ্লাদ প্রকাশ করিয়াছেন।

বীডন সাহেব ১লা মে অবধি আলিপুরের বেলবিডিয়ার বাটীতে প্রবেশ করিয়াছেন। তিনি নিয়ম করিয়াছেন প্রতি বৃহস্পতিবার ভোজনের সময় দর্শকদিগের সহিত সাক্ষাৎ করিবেন। এই সুযোগে অনেকের আশার নিবৃত্ত হইবে। কেনিঙ্গ সাহেবেরও এরূপ ... নিয়ম ছিল।

ব্যবস্থাপকসভায় কর্কস সাহেবের পদে কাহাকে নিযুক্ত করা হইবে না।

কলিকাতার যাবতীয় আফিস একটী বাটীর মধ্যে করিবার কল্পনা হইয়াছে। ঐ বাটীর একটী চিত্র করিবার জন্য গবর্ণর জেনরল এক কমিসন নিযুক্ত করিয়াছেন। ভারতবর্ষীয় গবর্ণমেন্টের পবলিক ওয়ার্কের সেক্রেটারি এই কমিসনের সভাপতি।

কোচিনের রাজা তাহাকে ... উঠাইয়া দিয়াছেন। তিনি একটী ... যে একটী আলোক দিবার বাটী নির্ম্মাণ করিবেন। অন্য অন্য স্থানে উৎকৃষ্ট নিয়ম হইতেছে, কিন্তু আমাদিগের ব্যবস্থাপকেরা ... কের কর ও পল্লীগ্রামে উৎসন্ন দিবার ... করিতেছেন।

ইংলিসম্যান সম্পাদক কহিয়াছেন, ... সংবাদ পাইয়াছেন সেনাপতি সা-উয়ার্ডের ঘোষণাপত্রানুসারে একজন সরদার আত্ম সমর্পণ ও আর কয়েক জন ক্ষমা প্রার্থনা করিয়াছেন। এ সময়ে সেনাপতিরা ক্ষমা শব্দের অর্থটী যেন বিস্মৃত না হন।

কলিকাতার আসেসর ওগলটন সাহেবকে অকর্ম্মণ্য বলিয়া পদচ্যুত করা হইয়াছে। কুমার হরেন্দ্রকৃষ্ণ তাঁহার কর্ম্ম করিবেন। ওগলটনের বেতন বৃদ্ধির সুপারিস করা হইয়াছিল। ?

গত কল্য এক্সচেঞ্জবাটীতে নিম্ন লিখিত টাকার অহিফেন বিক্রীত হইয়াছে :—

সিন্দুক	টাকা
বেহারের ১৩০৫ ...	১৯৩৮,৫০০
কাশীর ১৩০৫ ...	১৬,৬৫,৯৫০

বেহারের অহিফেন প্রতিবাক্স গড়ে ১৫০৮ ।৵১৫ কাশীর ১৪৩৭ ৸১৫ বিক্রীত হইয়াছে।

মান্দ্রাজের এক খানি সংবাদ পত্রে লিখিত হইয়াছে তত্রস্থ এক জন পাদরির বাটীতে চোর আসাতে তিনি তাহার দাসীকে একটি আলো আনিতে বলেন। দাসীর আসিতে বিলম্ব হওয়াতে পাদরী তাহাকে এক লগুড় ঘাত করাতে তাহার মস্তক হইতে রক্ত পতিত হয়। সে পাদরীর নামে নালীশ করে। কিন্তু পুলিসের মাজিষ্ট্রেট তাহার আবেদন অগ্রাহ্য (ডিস মিস) করিয়াছেন। এই প্রকার বিচার দেখিয়া কোন ব্যক্তি না বলিবেন এতদ্দেশীয় ও ইউরোপীয়দিগের পক্ষে স্বতন্ত্র আইন আছে ?

আমরা শুনিতে পাইতেছি, মরিসসের কুলিদিগের মধ্যে "হঠাৎমৃত্যু" প্রবেশ করিয়াছে। তাহাদিগের ইউরোপীয় প্রধানেরা তাহাদিগকে ভয়ানক প্রহার করে। তন্নিবন্ধন ক.

পুক জনের মৃত্যু হইয়াছে। তদ্ব্যতীত বাটীর দুই জন হত্যাকারীর বিষয় নিরূপণ হয়নাই। সেখানে তত্রত্য "ঐক্যবদ্ধি কাণ্ডারী" উহাদিগকে পদচ্যুত করিবার প্রার্থনায় আবেদন করিয়াছেন। ইউরোপীয়েরা এদেশে আসিয়া বাস করেন ইহা এদেশীয়দিগের অভিপ্রেত নহে, কেও অব ইণ্ডিয়া প্রভৃতি তাহার কারণ বুঝিতে পারিতেছেন না?

১৭এ বৈশাখ শুক্রবার।

ইংলিসম্যান সম্পাদক বলেন লার্ড নি ষ্টোরের নামক এক জন আমেরিকাদেশীয় সম্ভ্রান্ত লোক ভারতবর্ষে শীকার করিতে আসিয়াছেন। আপন পর্য্যন্ত এখন পুরাতন হইয়াছে।

লেপ্টেনেন্ট ট্রিবেলিয়ান নামক এক ব্যক্তি বুকের আড্ডায় একটি ঘোড়া ক্রয় করিয়া মূল্য না দিয়া পলায়ন করে; পরে তাহাকে রাণীগঞ্জে ধৃত করা হয়। সম্প্রতি ছোট আদালতে তাহার নামে নালীস হওয়াতে সে টাকা দিবাটি বলে এবং জজও সেই কথানুসারে আজ্ঞা দেন। পরে ট্রিবেলিয়ান লিখিত এক পত্র বাহির হওয়াতে পুনর্বিচারের আজ্ঞা হইয়াছে। ঐ পত্রে সে বলে কিছু দিন বিলম্বে টাকা দিতে চাহিয়াছিল। ছোট আদালতে এই প্রকার এক কোণে কাটা মোকদ্দমা বিস্তর হইয়া থাকে।

হরকরা সম্পাদক বলেন ট্রুমন নামক জাহাজে সর বাটল ফ্রিয়ারের পুস্তকাদি যাইতেছিল, ইতিমধ্যে ঐক্ক জাহাজ জল মগ্ন হইয়াছে। সর বাটল ফ্রিয়ারের পুস্তকালয়ে অনেক উত্তম পুস্তক ছিল, এই ক্ষতিতে তাঁহার বিশেষ কষ্ট বোধ হইবে।

কীলগাতি পুনর্ব্বার দৌরাত্ম্য করিতেছে। ইহাদিগের প্রতি বলপ্রকাশে কিছুই হইবে না। গবর্ণমেণ্ট কতকগুলি মিসনরি প্রেরণ করিয়া তাহাদিগকে সভ্য ও সুশিক্ষিত করিবার চেষ্টা করুন।

সম্প্রতি আমেরিকার দক্ষিণ বিভাগের একখানি লৌহযুক্ত জাহাজ অল্পকাল মধ্যে উত্তর বিভাগের দুইখানি কাষ্ঠ নির্ম্মিত জাহাজ নষ্ট করিয়াছে; পরে উত্তর বিভাগের এক খানি ক্ষুদ্র লৌহাবৃত জাহাজ দুটি মাত্র কামান লইয়া বিদ্রোহী জাহাজকে আক্রমণ করিয়া দূরীভূত করে। ইংলণ্ডীয় গবর্ণমেণ্টের ব্যয় বাড়িল।

রাজ্য ইউরোপীয় সমাচার।

রাজা ওয়াজেদ আলি মুরশিদাবাদের নবাব কলিকাতা ত্যাগ করিয়াছেন। তাহার বয়ঃ ১৯ দোষ হয়। নবাব এবার কলিকাতায় আসিয়া নানাপ্রকারে অপমান সহ্য করিয়াছেন। পুলিষ কমিশনর ওয়াকোপ সাহেব তাঁহার শরীর রক্ষক সেনাদিগের তরবারি কাড়িয়া লইয়া ছিলেন। আমাদের কোন ব্যক্তি কি ইহাতে সন্তুষ্ট হইবেন?

বুধবার মুন্সী আমীর আলির বাটীতে মুসলমানেরা এক সভা করিয়া বীডন সাহেবকে এক অভিনন্দন পত্র প্রদান করিবার সঙ্কল্প করিয়াছেন। ডেপুটি মাজিষ্ট্রেট হইবার বড় সখ হইয়াছে।

বোম্বাইয়ের বিশ্ববিদ্যালয়ের উপাধি পত্র দিবার সময়ে সর বাটল ফ্রিয়ার এক উৎকৃষ্ট বক্তৃতা করিয়া ছাত্র দিগের উৎসাহ বর্দ্ধন করিয়াছেন।

নিম্ন লিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ বিক্রয় হইতেছে:—

৪ টাকার	সিক্কা	কাগজ	৮৯।	৮৯।০
৫ "	কোম্পানির	ঐ	৯২৸০	৯৩
৫ "	ঐ	ঐ	১০৪	১০৪।
৫॥ "	ঐ	ঐ	১১০	১১॥

মান্দ্রাজ ও বোম্বাই নগরে কাগজেরও এই মূল্য।

১০ই এপ্রেল পর্য্যন্তের ইউরোপীয় সমাচার।

সেনাপতি ম্যাকিলন পটমাক স্থিত সেনাদলের এক প্রধান অংশ মনরো দুর্গের দিকে প্রেরণ করিয়াছেন। এবং তিনি নিজে মিউনরস্ অধিকার করিয়া তাহাদিগের পশ্চাৎ গমন করিবেন। বিদ্রোহীরা যোর্কটন ও মাকো ত্যাগ করাতে গবর্ণমেণ্টের সেনারা তাহা অধিকার করিয়াছে।

একটি নূতন আরমষ্ট্রং কামান পরীক্ষা করা হইয়াছে; ওয়ারিয়ার নামক জাহাজের এক অংশ লৌহ দিয়া আবৃত করিয়া তাহা ঐ কামান দ্বারা ভেদ ও চূর্ণ করা হইয়াছে।

রাজকীয় ও ভারতবর্ষীয় সেনাদল একত্রিত করাতে শেষোক্ত সেনাদলের অফিসরেরা যে সকল আবেদন করিয়াছেন, ভারতবর্ষীয় সর এস কারকোরান তাহার নকল হাউস অব কমন্সে দিবার প্রস্তাব করিবেন।

ফরাসীসম্রাট নিজ সৈন্যদিগের ৩২০০০ সৈন্য কমাইবার আজ্ঞা দিয়াছেন।

রাজস্ব বিষয়ের মন্ত্রি আয়ব্যয়ের হিসাব প্রদান করিয়া কহিয়াছেন ৪০০০০০০ টাকা উদ্বৃত্ত হইবে। তিনি হুপের (এক প্রকার খেলনা) কর উঠাইয়া দিবার জন্যের কর কমাইবার এবং সরাপের কর পরিবর্ত্ত করিবার প্রস্তাব করিয়াছেন।

গু[illegible]

এশিয়ার রাজস্ব বিষয়ের মন্ত্রী এই ফোরনী পত্র লিখেন কিন্তু তাহারা [illegible] লইয়া গতি য়াছে; তাই লইয়া নূতন [illegible]।

ইটালির মন্ত্রীবর্গের অনুরোধ [illegible] য়া গারিবাল্ডি নেপলস ও সিসিলিতে [illegible] করিবার ইচ্ছা ত্যাগ করিয়াছেন। নেপলসের [illegible] মার নিকটে দস্যুরা পুনর্ব্বার [illegible] এরূপ জনশ্রুতি নেপলসের পূর্ব্বতন রাজা [illegible] তাহাদিগের সংহায্যাদি অর্পণ করিয়াছেন [illegible] রাজাকে রোম হইতে স্থানান্তরিত করিবার [illegible] স্তাব লইয়া ইটালির প্রতিনিধি সভার [illegible] আন্দোলন হইতেছে।

পোলীয় গবর্ণমেণ্ট এই অভিপ্রায় প্রকাশ [illegible] য়িয়াছেন যে তাঁহারা মেক্সিকোর স্বাধীনতা নষ্ট করিবার কোন চেষ্টা করিবেন না।

ইংলণ্ড হইতে মেক্সিকো ও [illegible] হইতে ইংলণ্ডে প্রত্যহ দুইবার করিয়া ডাক [illegible] গমন করিবে এই প্রস্তাব হইয়াছে। [illegible] র প্রতিনিধি সভা তদ্বিষয় বিবেচনা [illegible] ছেন ১লা মে অবধি ইহার আরম্ভ হইবে [illegible] সম্ভাবনা আছে।

ইষ্টার পর্ব্ব উপলক্ষে পার্লিয়ামেণ্ট ২৮ [illegible] এপ্রেল পর্য্যন্ত বন্দ থাকিবে।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেন্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগপত্র

২৪ পরগণা, যশোহর, নদীয়া ও [illegible] প্রতিনিধি ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কাল[illegible] ক্টর বাবু কৃষ্ণবিহারী মুখোপাধ্যায় [illegible] শাহোর, মনসুরি ও গঙ্গাপুর পরগণার [illegible] চালন করিতে পারিবেন।

ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর [illegible] কালীচন্দ্র বন্দ্যোপাধ্যায় [illegible] মনসুরি ও গঙ্গাপুর পরগণার এবং [illegible] নসরতশাহী, মোহনশাহী, মনসাহী ও [illegible] শাহি পরগণার ক্ষমতা চালন করিবেন।

নদীয়ার ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি [illegible] লেক্টর মৌলবী মহম্মদ সাহেব করিমপুরের [illegible] হোর, মনসুরি ও গঙ্গাপুর পরগণা ও [illegible] নসরতশাহী, মোহনশাহী ও বেলশাহির ডেপু[illegible] মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

যশোহর, নদীয়া, ২৪ পরগণা ও [illegible] প্রতিনিধি ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কাল[illegible] ক্টর বাবুবরদাপ্রসাদ মুখোপাধ্যায় করিমপুরের [illegible] হোর, মনসুরি ও গঙ্গাপুর পরগণার ক্ষম[illegible] চালন করিবেন।

যশোহর, নদীয়া, করিমপুর ও ২৪ ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর আনন্দ মোহন মজুমদার শাহবাদ নসর মোহনশাহী, মনসাহী ও বেলশাহি পর ক্ষমতা চালন করিবেন।

কমিসনারীর [illegible]
রাজকৃষ্ণ চতুর্থ শ্রেণী হইতে তৃতীয় [illegible] পদে অধিরূঢ় হইয়াছেন।

বাবু উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ১৮৬০ অব্দের ২ আইন অনুসারে [illegible]জপুরের আদালতের [illegible] হইবেন।

ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর মৌলবী ওহা উদ্দীন নবী ২৪ পরগণায় বদলী হইয়া [illegible]জপুরে স্থিত হইয়া উক্ত জেলার মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা চালন করিবেন।

জে, এম, স্মিথ সাহেব প্রেসিডেন্সি কালেজে [illegible]তিহাস ও সাহিত্য শাস্ত্রের প্রতিনিধি অধ্যাপক হইবেন।

২২এ এপ্রেল—বগুড়ার ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর মৌলবী দীন মহম্মদ ১৮৬৮ অব্দের ৩১ ধারানুসারে ক্ষমতা প্রাপ্ত হই-[illegible]

২৪এ এপ্রেল—মেজর এচ্ সি জেমস, লেপ্টেনান্ট গবর্ণরের প্রাইবেট সেক্রেটারি হইলেন। তিনি আরও বঙ্গদেশীয় পবলিক ও ষ্টাক ডিপার্টমেন্টের একজিকিউটিভ ইঞ্জিনিয়র থাকিবেন।

সি জে আরভিন সাহেব বেথুন বিদ্যালয়ের [illegible]কার সভ্য হইবেন।

২৫এ এপ্রেল—প্রথম পণিত পুলিস সেনাদলের লেপ্টেনান্ট [illegible] কাপ্তেন তৃতীয় পণিত পুলিস সেনাদলের প্রতিনিধি আডজুটান্ট হইবেন।

২৬এ এপ্রেল—ডবলিউ, ও এ বেকেট [illegible] সাহেবের বিবাহের রেজিষ্ট্রার হইবেন।

২৮এ এপ্রেল—কাপ্তেন, ই, এচ উইন্টেল বহরমপুর কান্টোনমেন্টে ক্যান্টোনমাজিষ্ট্রেট ও আবকারির সুপরিন্টেণ্ডেন্ট হইবেন।

লেপ্টেনান্ট এ' আগুন [illegible] ও খাসিয়া [illegible] সহকারী কমিসনর হইবেন।

২৫এ এপ্রেল—কাপ্তেন জি, হল হইতে ১০ [illegible] বঙ্গদেশীয় পুলিস সেনাদলের অধ্যক্ষ হইবেন।

কাপ্তেন সি, নিউ ৬পণিত পুলিস সেনাদলের অধ্যক্ষ হইবেন।

২৬এ এপ্রেল—বাবু যদুনাথ সরকার ১৮৬০ অব্দের ৩২ আইন অনুসারে ভগলপুরের আ-[illegible] হইবেন

২৭এ এপ্রেল—টি, জে, সি, প্লাউডেন সাহেব ব-[illegible] প্রতিনিধি জাইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর হইবেন।

[illegible] সাহেব মেদিনীপুরের প্রতি-[illegible] জাইন্টমাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর [illegible]

[illegible] প্রথম শ্রেণির পুলিস ইনস্পেক্টর [illegible] এচ, ই, ওয়ালার বেহারে বদলি [illegible]

[illegible] কমিসনরের অধীনস্থ ডেপুটী [illegible] জে, কোবরণ সাহেব মুরশিদাবাদ [illegible] বদলি হইয়া ২৪ পরগণা, [illegible]জপুরের মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক-[illegible]

[illegible] কমিসনরের অধীনস্থ ডেপুটী মাজি-[illegible] গুরুচরণ দাস জলপাইগুড়ি হইতে মুরশিদাবাদে বদলী হইয়া তথায় ও রাজশাহী, রঙ্গপুর, দিনাজপুর, মালদহ ও বগুড়ার মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন

ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর জে [illegible] সাহেব বড়িয়া হইতে বিহারের সদর ষ্টেসনে বদলী হইবেন।

ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর জে, আর, আণ্ডারসন সাহেব বড়িয়া বিভাগের ভার প্রাপ্ত হইয়া ১৮৫৫ অব্দের ১০ আইনের ১ ধারানুসারে তাঁহার বর্ত্তমান ক্ষমতার অতিরিক্ত ক্ষমতা পাইবেন।

ফরিদপুরের প্রতিনিধি ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর বাবু দীনবন্ধু মৌলিক ফৌজদারি আইনের ৩৮ ধারানুসারে সেসিয়নে সমর্পণ করিবার মোকদ্দমার প্রথম বিচার করিতে পারিবেন এবং তৎসংক্রান্ত সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

৩০এ এপ্রেল—নিম্নলিখিত ব্যক্তিরা গোহাটির শিক্ষা সংক্রান্ত কমিটির সভ্য হইবেন—

মেজর এ আর, জে, গ্লাড, বি, এ, ডবলিউ, [illegible] সাহেব [illegible]। এম, সি, [illegible] সাহেব যশোহরের শিক্ষাসংক্রান্ত কমিটির সভ্য হইবেন

১লা মে—কাপ্তেন আর, লেপ্টেনান্ট গবর্ণর [illegible] সাহেবের এডিকং হইবেন।

জে, সি, টটির সাহেব বেহারের অফিসিয়েটিং এজেন্ট হইবেন।

এচ, বেল্‌সন সাহেব (তিনি এক্ষণে বিদায় লইয়া আছেন) বেহারের সিবিল ও সেসিয়ন জজ হইবেন।

ডবলিউ, এচ, ব্রুক হার্ট সাহেব শাহাবাদের সিবিল ও সেসিয়ন জজ হইবেন;

ডবলিউ, এম, বোকট সাহেব, ত্রিহুত শাহাবাদ ও সারণের অতিরিক্ত জজ হইবেন, কিন্তু যত দিন অন্য কোন আজ্ঞা না হয় বেহারের প্রতিনিধি সিবিল ও সেসিয়ন জজ থাকিবেন।

এস, এফ, ডেভিস সাহেব ত্রিহুত, সারণ ও শাহাবাদের প্রতিনিধি অতিরিক্ত জজ হইবেন

মালদহের মাজিষ্ট্রেট ও কালেক্টর আর জে, উইগ্রাম সাহেব প্রথমশ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

এস, মাকনাট সাহেব পূর্ব্বতে দ্বিতীয়শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন, কিন্তু যত দিন অন্য কোন আজ্ঞা না হয় [illegible] প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টরের কার্য্য করিবেন।

১লা মে—দিনাজপুরের জজ ই, [illegible] সাহেব ১৮৬৮ সালের ৩ আইনের অনুসারে ঐ প্রদেশে বিশেষ কমিসনরের ক্ষমতা পাইবেন।

প্রেরিত।

সবিনয় নিবেদন—মহাশয়! আমার লিখিত [illegible] প্রকাশ করিবেন। সংপ্রতি আমি মুঙ্গেরে আসিয়াছি। ১২ই বৈশাখ পর্য্যন্ত মুর্শিদাবাদ জেলার অন্তঃপাতি [illegible] নামক গ্রামে ছিলাম। ঐ দিন সায়ং সময়ে তথায় কি ভয়ানক ঝড়ই হইয়া গিয়াছে। প্রথমতঃ নিবিড় ঘনঘটায় চতুর্দ্দিক আচ্ছন্ন হয়। পরে উত্তর দিক হইতে বায়ু বেগ [illegible] করিয়া আসিতে আরম্ভ করে। ঝড়ের বেগে বড় বড় শাখি সকল মড় মড় করিতে লাগিল। বট অশ্বত্থ সকল [illegible] মোচ্‌ড়া [illegible] হইতে লাগিল। কল্লোলিনীর জল বিশাল তরঙ্গাকৃতি হইয়া কল কল রবে বহিতে লাগিল। [illegible] শব্দে কর্ণবধির হইতে লাগিল। অবিরল ধারায় শিলাবৃষ্টি আরম্ভ হইল। শিলার [illegible] টিন টিনামিতে [illegible] এ সকল [illegible] অতিশয় ব্যাকুল হইল, [illegible] কে কোথায় যায় কিছুই স্থির নাই। উঃ কি ভয়ানক সময় এই সময়েই একখানি গৃহ উড়িয়া [illegible] পড়ে, তন্মধ্যে পঁচিশজন পথিক ছিল। তাহারা বায়ুবেগে আক্রান্ত হইয়া নানা স্থানে পড়িল। পরে ঝড় নিবৃত্ত হইলে গিয়া দেখিলাম তাহাদিগের মধ্যে [illegible] কাহারও পদ [illegible] ও অন্য কাহারও পৃষ্ঠ ভগ্ন হইয়াছে। [illegible] একজন একেবারেই পঞ্চত্ব পাইয়াছে। সম্পাদক মহাশয়! আমি আজন্মে এরূপ ঝড় ও শিলাবৃষ্টি কখন চক্ষে দেখি নাই। ঝড়ে মানুষ উড়াইয়া নিয়া [illegible] এক [illegible] একটি শিলা [illegible] উক্ত পরদিবস গ্রাম মধ্যে গিয়া দেখিলাম গৃহমাত্র নাই। কেবল দুই একটী অট্টালিকা মাত্র [illegible], [illegible] সকলই [illegible] কেবল দুই একটি বৃক্ষ মাত্র উন্নত থাকে [illegible] সেই [illegible] লাগিল। আর [illegible] সামগ্রী [illegible] সকলই [illegible] হইয়াছে, [illegible] কাহার [illegible] তে পারে না। [illegible] আবশ্যক নাই। দুই একটী [illegible] লিখিতে হইবে [illegible] তিনজন [illegible] হইয়াছে। [illegible] তাহাদিগের মানব লীলা সম্বরণ করিতে [illegible], আর শুনিলাম [illegible] একটী [illegible] প্রতি অত্যন্ত নিষ্ঠুর পীড়ন করাতে [illegible] মিত্র নামক একজন ভদ্রলোকের [illegible] হইয়াছে। আহা! [illegible] ডেপুটী মাজিষ্ট্রেটদিগের কি [illegible] কেন [illegible] কিছুমাত্র — মুঙ্গেরের সংবাদ পরে লিখিব অদ্য বাহুল্যভয়ে [illegible] হইলাম।

ভ্রমণকারিণঃ
মুঙ্গের।

[illegible] কলিকাতার দক্ষিণ পূর্ব্ব মাতলা রেলওয়ের সোনারপুর ষ্টেসনের দক্ষিণ [illegible] গ্রামে [illegible] তারকানাথ বিদ্যাভূষণের [illegible] সোনারপুর [illegible]
[illegible]

সোমপ্রকাশ

" প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং।"

৪ ভাগ।
২৭ সংখ্যা।

সন ১২৬৯। ৭ জ্যৈষ্ঠ। ইং ১৮৬২। ১৯ মে

বার্ষিক মূল্য ১ টাকা
বার্ষিক অগ্রিম ১০ টাকা

বিজ্ঞাপন।

গ্রাহকগণের প্রতি।

বৈশাখমাস অতীত হওয়াতে অনেকের
নত্ত সোমপ্রকাশের মূল্য নিঃশেষিত হইয়া
তাহাদিগকে বিনয় পূর্ব্বক জানান যাই-
তেছে যে তাঁহারা অনুগ্রহ পূর্ব্বক ত্বরায়
ষাণ্মাসিক বর্ষের মূল্য পাঠাইয়া দেন। আপা-
ত সংস্কৃত যন্ত্রেই মূল্য পাঠাইবেন।

—•❖•—

সোমপ্রকাশ।

৭ই জ্যৈষ্ঠ সোমবার।

পত্রপ্রেরকের প্রতি।

বীরভূমের অন্তঃপাতী কীর্ণাহার গ্রামে
বাবু শিবচন্দ্র সরকারের যত্নে বাল
কদিগের পাঠার্থ একটী এবং বালিকাদি
গের শিক্ষার্থ একটী এই দুটী বিদ্যালয়
প্রতিষ্ঠিত হইয়াছে, তৎস ক্রান্ত যে পত্র
আমাদিগের হস্তগত হইয়াছে, স্থানাভাব
প্রযুক্ত তাহা প্রকটিত হইল না।

লক্ষ্মীপাশা নিবাসী বিপিনবিহারী সর
কারের লিখিত নড়াইলের কালীয়া গ্রামে
ব্রাহ্ম সমাজের প্রতি প্রাচীন সম্প্রদায়ে
বিদ্বেষ বৃত্তান্ত পাঠকগণের তাদৃশ প্রীতি
কর হইবে না বলিয়া প্রকটিত হইল না।

ময়মন সিংহের দুই খানি এবং ফরিদ
পুরের এক খানি পত্র নিতান্ত অসার বলি
য়া উপেক্ষিত হইল।

হুগলির অন্তঃপাতি বালি গ্রামের ম
হিমহোৎসবসংক্রান্ত পত্রে অনেক দিনের
সংবাদ লিখিত হইয়াছে বলিয়া প্রকাশ করা
গেল না।

লেণ্ড সাহেবের প্রস্তাব পাঠ।

ভারতবর্ষের বর্ত্তমান রাজস্ব সংক্রান্ত প্রধান কার্য্য নির্ব্বাহক অনরেবল লেণ্ড সাহেব গত ১২ই মে সোমবার সন্ধ্যার পর ডেলহাউসি ইনষ্টিটিউট সভায় এক প্রস্তাব পাঠ করেন। গবর্ণর জেনেরল লার্ড এলগিন, লেপ্টেনণ্ট গবর্ণর বীডন সাহেব প্রভৃতি অনেক প্রধান ব্যক্তি সভাস্থলে উপস্থিত ছিলেন। প্রস্তাবটি বড় বিস্তৃত হইয়াছে। উহা অতিশীঘ্র পুস্তকাকারে মুদ্রিত ও প্রচারিত হইবে। লেণ্ড সাহেব প্রস্তাব মধ্যে নিম্ন লিখিত কয়েকটি মূল কথার উল্লেখ করিয়াছেন। প্রথম, ভাষার সৃষ্টি। দ্বিতীয়, মানবজাতির দৈনন্দিন শ্রীবৃদ্ধি সহকারে ঐ ভাষার বহুবিধ পরিবর্ত্ত। তৃতীয়, ভিন্ন ভিন্ন ভাষার ব্যাকরণাদি গত সৌসাদৃশ্য দর্শন করিয়া ভিন্ন ভিন্ন জাতির এক মূল হইতে উৎপত্তি নির্ণয়। চতুর্থ, আর্য্য বংশের ভিন্ন ভিন্ন দেশ গমন ও তথায় বসতি। পঞ্চম, হিন্দু ও ইংরাজদিগের ঐ বংশ হইতে জন্ম।

লেণ্ড সাহেব শেষোক্ত বিষয়টি লইয়া অধিকক্ষণ বক্তৃতা করেন। হিন্দু ও ইংরাজেরা এক বীজ পুরুষ হইতে উৎপন্ন, ইহারা পরস্পর ভ্রাতৃভাবাপন্ন; অতএব ইহাদিগের পরস্পর বিদ্বেষভাব পরিত্যাগ করিয়া সৌহার্দ্দ সম্পন্ন হওয়া উচিত, এতৎ প্রতিপাদনই লেণ্ড সাহেবের প্রস্তাব পাঠের মুখ্য উদ্দেশ্য।

আজি কালি এই একটি নূতন দেখা
যাইতেছে, যাঁহারা বক্তৃতা দ্বারা আপনাদি
গের উদার ভাবের পরিচয় দিয়া প্রশংসা
লইতে অভিলাষী হন, তাঁহারাও উল্লিখিত
প্রকার বক্তৃতা করেন, আর যাঁহারা
সদাশয় লোক, হিন্দু ও ইংরাজদিগের
পরস্পরের প্রতি বিদ্বেষ বুদ্ধি দর্শন করি
য়া বাস্তবিক অসুখিত হইতেছেন, তাঁহা
রাও পরস্পরের প্রণয় সর্দ্ধন মানসে
উল্লিখিত বক্তৃতা করিয়া থাকেন। লেণ্ড
সাহেব প্রধান রাজপুরুষ, অতএব হিন্দু ও
ইংরাজেরা পরস্পর সুহৃদ্ভাবাপন্ন হন
তাঁহার যে এরূপ ইচ্ছা হইবে একথা বলা
বাহুল্য। উভয় জাতির সৌহৃদ্য বন্ধন
ভিন্নেকে ব্রিটিশ আধিপত্য এতদ্দেশে ব
মূল হয়, সম্ভাবিত নহে, ইহা তাঁহার অ
দিত নাই। ব্রিটিশ রাজপুরুষেরা এতদ্দেশী
দিগের উদ্বেগ না জন্মাইয়া রাজস্ব করে
এইটিই তাঁহার ইচ্ছা, সম্প্রতিকার ইনকম
টাক্স প্রভৃতি রহিত করিবার চেষ্টা দ্বার
তাহা স্পষ্ট প্রতীয়মান হইতেছে। কি
ক্ষোভের বিষয় এই, উভয় জাতির সৌ
দ্য পথের কণ্টক স্বরূপ হইয়া পক্ষপা
প্রভৃতি যেগুলি প্রতিবন্ধকাচরণ ক
তেছে, তন্নিমূলন বিষয়ে কাহারও ম
শেষ যত্ন দৃষ্ট হইতেছে না। সেই প্রতি
বন্ধক গুলি দূরীভূত না হইলে উভয়
ভির অকৃত্রিম প্রণয় হওয়া কোন ক্রমে
সম্ভাবিত নহে। যে দিকে দৃষ্টিপাত ক
যায়, সেই দিকেই পক্ষপাত লক্ষিত হয়
এক জন ইংরাজ ও এক জন বাঙ্গালি উ

[illegible]ক কর্ম্মার্থী [illegible] প্রধা[illegible]যের নিকটে [illegible] থাকিবার অপেক্ষা হীনগুণ[illegible], তথাপি প্রধান [illegible]রুষ বাঙ্গালিকে উপেক্ষা করিয়া ইংরাজক কর্ম দিবেন। এবম্বিধ পক্ষপাত দর্শন করিয়া বাঙ্গালির মন কি কখন ইংরাজের প্রতি সৌহৃদ্য সম্পন্ন হইতে পারে? এক জন বাঙ্গালি যে বেতনে যে কর্ম করিতেছেন, তাহাতে এক জন ইংরাজ আ[illegible] ন্যূনকল্পতঃ তাহার দ্বিগুণ বেতন হইবে, এ কেমন? ইহা দেখিয়া কি বাঙ্গালির মন প্রীতিপ্রসন্ন থাকিতে পারে? বাঙ্গালি অপেক্ষা ইংরাজদিগের ব্যয় অধিক, এ যুক্তি নিতান্ত অকিঞ্চিৎকর, পদস্থ বাঙ্গালিদিগকে যে বহু পোষ্য পোষণ করিতে হয়, তাহাতে যে ব্যয় হয়, তাহা অনেক পদস্থ ইংরাজের ব্যয়ের অপেক্ষা অধিক. বিশেষতঃ এক্ষণকার পদস্থ বাঙ্গালিদিগের ব্যয় কোন ক্রমেই ন্যূন নহে।

এস্থলে কেবল এক চাকরীই পক্ষপাতের উদাহরণ স্বরূপ প্রদর্শিত হইল? এইরূপ অনেক বিষয়ে আছে। এদেশীয়েরা এই সকল দেখিয়া ক্রমশঃ বীতরাগ হইতেছেন। ইহাঁরা এত দিন এ সকল বিষয় তত অনুভব করিতেন না। যদ্দারা সেই অনুভবশালিতা জন্মে, এখন দিন দিন সেই কারণ উপস্থিত হইতেছে। পক্ষপাত দর্শন করিয়া লোকের মনে যে বৈধম্য হয়, ইহা অনৈসর্গিক নহে। বাইবেলোক্ত কথা পুরুষ কেইন এবলকে প্রাণে সংহার করে কেন? বাইবেল মতে ঈশ্বর [illegible] প্রতি যে পক্ষপাত করেন, কেইনের [illegible] তাহার একটি কারণ [illegible] হিন্দুদিগের সহিত ইংরাজ[illegible] যে ইতর বিশেষ করা হয় আমরা [illegible]ক কোন কারণ দেখিতেছি না। [illegible] বিষয়ে ইদানীন্তন বাঙ্গালিদিগের [illegible] সর্ব্বত্র বর্ণিত হইয়া থাকে। তবে [illegible] বিষয়ে ইহাদিগের হীনতাই কি [illegible] করিবার কারণ? শাস্ত্রীয় বচনের কথায় স্মরণ হইল. ইংরাজদিগের অধিক বল থাকাতে অনেকে ইচ্ছাৎ এদেশীয়দিগকে অপমান করেন. তাহাও এদেশীয়দিগের বিষম বিরাগের কারণ হইয়াছে। অনেককে আমরা এ আক্ষেপ করিতে শুনিতে পাই। ফলতঃ উল্লিখিত পক্ষপাত নিবন্ধন যে সমস্ত অবৈধ কার্য্য অনুষ্ঠিত হইতেছে, যত দিন তাহা পরিত্যক্ত না হইবে, তত দিন অত্রত্য গবর্ণমেণ্টের নির্বৃতি লাভের সম্ভাবনা নাই।

বাঙ্গালা বিদ্যালয় ও গবর্ণমেণ্টের সাহায্য দান।

গবর্ণমেণ্টকৃত সাহায্যদানপ্রণালী গত যে দোষ আছে, আমরা পূর্ব্বে বিশেষ করিয়া তাহার উল্লেখ করিয়াছি। এই সদোষ প্রণালী বাঙ্গলা শিক্ষার যত প্রতিবন্ধকতাচরণ করিতেছে, ইংরাজীর তত নহে। দুটী কারণে লোকের ইংরাজীশিক্ষায় অধিকতর যত্ন ও অনুরাগ জন্মিয়াছে। এক, ইহা রাজভাষা। যাবতীয় রাজকার্য্য ইহাতে নির্ব্বাহ হইতেছে, ইহা জানিলে অর্থোপার্জ্জনের পথ সুগম হয়। দ্বিতীয়, এভাষাটী বাঙ্গলাভাষা অপেক্ষা বহুগুণে উৎকৃষ্ট হইয়াছে। যাঁহারা কেবল জ্ঞানোপার্জ্জনের জন্য সন্তানকে শিক্ষাকার্য্যে নিয়োজিত করেন, তাঁহারাও ইংরাজীর প্রতি পক্ষপাতী হইয়াছেন। ইহাতে অনেক উৎকৃষ্ট গ্রন্থ আছে। তদধ্যয়ন জ্ঞানদ্বার সহজে উদ্ঘাটন করিয়া দেয়।

বাঙ্গালা ভাষায় ঐ উভয় গুণেরই সদ্ভাব নাই। প্রথমতঃ বাঙ্গলা ভাষা ইংরাজীর ন্যায় অর্থকরী নহে। ইহার দশাও অদ্যাপি উৎকৃষ্ট হয় নাই। এ ভাষায় উৎকৃষ্ট গ্রন্থদর্শন দুর্লভ। ঐ দুটী গুণ নাই বলিয়া কি এ ভাষা উপেক্ষিত হইবে? উপেক্ষার কথা দূরে থাকুক, যাহাতে ইহার সর্ব্বাঙ্গীন উন্নতিলাভ হয়, সেচেষ্টা করা সর্ব্বতোভা
যে বিধেয়। বাঙ্গালা দেশের উন্নতি ইহ[illegible]
উন্নতিমুখ নিরীক্ষণ করিয়া রহিয়াছ[illegible]
ব উন্নতি ব্যতিরেকে বাঙ্গালা দেশের [illegible]
তিলাভপ্রত্যাশা বিড়ম্বনা সন্দেহ নাই।
যখন এদেশীয়দিগের স্বেচ্ছানুসারে ব[illegible]
লা ভাষার অনুশীলন বিষয়ে বিশেষরূপে [illegible]
বিষ্টমনা হইবার দুটী মহান্ অন্তরায় দৃষ্ট [illegible]
তেছে, অথচ উহার উপেক্ষা কোন ক্রমে[illegible]
যুক্তিসহ হইতেছে না, তখন গবর্ণমেণ্টের [illegible]
বিষয়ে সবিশেষ মনোনিবেশ করা অবশ্য[illegible]
কর্ত্তব্য। গবর্ণমেণ্ট ভিন্ন আমরা আর ক[illegible]
হাকে কহিব প্রজাগণ যাবৎ স্বহিত বুঝিতে[illegible]
না পারে, তাবৎ পিতৃস্থানীয় গবর্ণমেণ্টকে[illegible]
সেই হিতসাধন ভার লইতে হয়। অসভ্য[illegible]
রাজগণের মধ্যে আমাদিগের গবর্ণমেণ্ট [illegible]
বোধ ও অবিবেক নহেন। প্রজার হিত[illegible]
ধন যদি গবর্ণমেণ্টের মুখ্য উদ্দেশ্য হয়, এ[illegible]
জার স্বদেশীয় ভাষার শ্রীবৃদ্ধি সাধনের তুল[illegible]
হিতকর কার্য্য অল্প আছে।

বাঙ্গলাভাষায় উন্নতি লাভ গবর্ণমেণ্ট[illegible]
সাহায্য দানের উপর নিতান্ত নির্ভর কর[illegible]
তেছে, ইহা যখন স্থির হইল, তখন সাহা[illegible]
য্যদানবিষয়ে ইংরাজীর সহিত ইহা[illegible]
কিছু বিশেষ করা অত্যন্ত আবশ্যক। আ[illegible]
মাদিগের অভিপ্রেত সে বিশেষ এই, গ[illegible]
র্ণমেণ্ট যাবৎ বর্ত্তমান সাহায্য দান প্রণালী[illegible]
পরিবর্ত্তিত না করেন, তাবৎ বাঙ্গলা বিষ[illegible]
এই নিয়ম করুন, যে যে স্থানে বঙ্গবিদ্যা[illegible]
লয় হইবে, তত্রত্য লোকেরা ছাত্রদের বে[illegible]
তন মাসেত যত টাকার সংযোগ করিয়া দি[illegible]
বেন, গবর্ণমেণ্ট তত টাকার সাহায্য প্রদান[illegible]
করিবেন। এ নিয়ম হইলেও অনেক স্থলে[illegible]
বঙ্গ বিদ্যালয় প্রতিষ্ঠিত হইতে পারে। অ[illegible]
ধিক সংখ্যা বঙ্গ বিদ্যালয় হইলে বঙ্গভাষা[illegible]
উৎকৃষ্ট গ্রন্থের যে অসদ্ভাব আছে, তাহাও[illegible]
ক্রমশঃ দূরীভূত হইবে। উৎসাহলাভ [illegible]
প্রয়োজন উপস্থিত হইলে কোন বিষয়েরই[illegible]
অসঙ্গতি থাকে না। পরিশেষে এই প্রশ্ন [illegible]
খিত হইতেছে, আমরা যে প্রস্তাব করি[illegible]

...ছি, গবর্ণমেণ্ট কি আপন ইচ্ছায় তদনুরূ... কার্য্য করিবেন? কখনই না। বাঙ্গালা দি... র আবশ্যকতা আমাদিগের দেশের যে ...কল ব্যক্তির হৃদয়ঙ্গম হইয়াছে, তাঁহারা ...ল্লিখিত প্রার্থনা করিয়া চতুর্দ্দিক হইতে ...বেদন করুন। গবর্ণমেণ্ট তাঁহাদিগের ...গ্রহ বুঝিলে এবিষয়ে যথোচিত মনোযো... করিবেন সন্দেহ নাই। আজি কালি সবি...ষ আন্দোলন ব্যতিরেকে কার্য্য সিদ্ধি হই...ব সম্ভাবনা অতি অল্প।

কি সুন্দর বিচার।

অজ্ঞ মাজিষ্ট্রেট ও উৎকোচগ্রাহী দা...রোগারাই সব মজাইলেন। ব্যবস্থাপক ...রা এত যে আইন করিতেছেন, প্রধান ...রু ধরা সর্ব্বত্র সমদর্শিরূপে সৎ ও ...ল বিচার প্রবর্ত্তিত করিবার এত যে ...চেষ্টা করিতেছেন, ঐ মহাপুরুষদিগের ...ষ্টিত সমুদায় বৃথা হইতেছে। বোধ হয়, ...ঘু ডাকাইতের নাম আমাদিগের পাঠক ...দের কাহারও অবিদিত নাই, সে নিজ ...স স্থানের নিকটবর্ত্তি গ্রামস্থ লোকদি...র নিকটে বার্ষিক করিয়া রাখিয়াছিল। ...হারা সেই বার্ষিক দিত, তাহারা অব্যা...হতি পাইত। সে দস্যু বৃত্তি করিয়া তাহা...দিগের সর্ব্বস্ব হরণ করিয়া আনিত না, ...ন্যথা হইলেই অন্যথা হইত। সে যখন ...বার্ষিক আদায় করিতে যাইত, গৃহস্থেরা ...ন রূপে তাহাকে কিছু কিছু লবণ ...জন করাইতেন। ইহার তাৎপর্য্য এই ...ু নিমক হারাম হইয়া তথায় ডাকাইতি ...রিতে না পারে। রঘু ও যাহার একবার ...ণ খাইত, তাহার গৃহে দস্যু বৃত্তি করি...ন। কিন্তু আমাদিগের দারোগা রঘু... কিছুতেই পারিবার যো নাই, লব... আর যতই কর, তাঁহারা সর্ব্ব... করিতে ছাড়েন না।

সম্প্রতি অন্যতর দারোগা সাহেবের ...তা নিবন্ধন একটি বিষম ঘটনা হই...য়াছে। বিশ্বমঙ্গলপ্রকাশ পত্রিকায় পূর্ণিয়ার সংবাদ দাতা লিখিয়াছেন, কথায় তীর্থ ভ্রমণকারী কয়েক জন ব্রাহ্মণ বৈষ্ণব গমন করিয়াছিল। সকলেই জানেন ব্রাহ্মণেরা নিতান্ত নিঃস্ব নহে। তাহাদিগের সঙ্গে একটী হস্তী ও কয়েকটি অশ্ব ছিল। তথাকার দারোগা তাহাদিগকে দস্যু বলিয়া গ্রেপ্তার করেন (বোধ হয় তাহারা দারোগা সাহেবের মনোবাঞ্ছা পূর্ণ করে নাই) এবং তত্রত্য মাজিষ্ট্রেট সাহেবের নিকটে পাঠাইয়া দেন। মাজিষ্ট্রেট সাহেব তাহাদিগের ছয় মাস কারাবাসের আদেশ দিয়াছেন। এই সম্বাদ যদি সত্য হয়, ভয়ঙ্কর অরাজক কাণ্ড সন্দেহ নাই। অধিক সংখ্য মাজিষ্ট্রেট ও দারোগাকে আমাদিগের যেরূপ জানা আছে, তাহাতে এ সম্বাদ বড় অবিশ্বাস হইতেছে না। আমাদিগের প্রতিবেশী এক গ্রামের এক গৃহস্থের গৃহে একদা ডাকাইতি হয়। দারোগা আপনার চালাকী দেখাইবার নিমিত্ত কতকগুলি বাগ্দিরাকে ডাকাইত বলিয়া গ্রেপ্তার করেন। মফস্বলের মাজিষ্ট্রেটেরা তুরুষ্ক দেশীয় কাজীদিগের অপেক্ষা অলস ও কুলীন বিচারপতিদিগের ন্যায় স্বেচ্ছাচারী। লোককে কারারুদ্ধ করিবার তাহাদিগের যে ক্ষুধা আছে দণ্ডবিধানের আইন তাহা তৃপ্ত করিবার বিলক্ষণ উপায় হইয়াছে। আমরা বিলক্ষণ জানি ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের কখনই একপ অভিপ্রেত নহে যে বিনা প্রমাণে কোন ব্যক্তিকে কারারুদ্ধ করা হয়। কিন্তু মাজিষ্ট্রেটেরা কি জন্য ইহার বিপরীত কার্য্য করেন তাহা আমরা বুঝিতে পারিতেছি না।

যাহা হউক, আমরা গবর্ণমেণ্টকে অনুরোধ করিতেছি তাঁহারা অবিলম্বে পূর্ণিয়ার মাজিষ্ট্রেটের কৈফিয়ৎ চাহিয়া পাঠান। যদি কেবল সন্দেহের উপরে নির্ভর করিয়া ব্রাহ্মণদিগকে কারারুদ্ধ করা হইয়া থাকে, তাহা হইলে তাহাদিগকে এই দণ্ড হইতে মুক্ত করিয়া মাজিষ্ট্রেটের বেতন হইতে তাহাদিগের ক্ষতি পূরণ করিয়া তাঁহাকে বিশেষ রূপে সতর্ক করিয়া দেওয়া কর্ত্তব্য।

হিন্দুধর্ম্মের আদরকাল।

যে কোন ধর্ম্ম হউক, তদুপাসকগণের ঐহিক ও পারত্রিক শ্রেয়ঃসাধনই তাহার উদ্দেশ্য। কিন্তু উপাসকগণের স্বার্থপরতা ও মূর্খতা নিবন্ধন বহু স্থলে সেই উদ্দেশ্য ব্যাহত হইয়াছে। এক ব্রহ্মের উপাসনা হিন্দুদিগের আদি ধর্ম্ম; উপাসকদিগের দোষে উহা ক্রমে এমনি বিকৃত হইয়া উঠিয়াছে যে এখন অনেকে সভ্য সমাজে হিন্দু ধর্ম্মাবলম্বী বলিয়া পরিচয় দিতে লজ্জা বোধ করেন। উপাসকদিগের ক্রূরতা ও নৃশংসতা দ্বারা মুসলমানধর্ম্ম নিতান্ত দূষিত হইয়াছে। রোমান কাথলিকেরা খৃষ্ট ধর্ম্মকে কি শোচনীয় অবস্থা না পাওয়াইয়াছে! সম্প্রতি চীন দেশে যাহারা রাজবিপক্ষ হইয়া মহান্ উপদ্রব উপস্থিত করিয়াছে, তাহারা খৃষ্ট ধর্ম্মাবলম্বী বলিয়া পরিচয় দেয়, ইংরাজেরা খৃষ্ট ধর্ম্মাবলম্বী বলিয়া প্রথমে তাহাদিগের অনুপক্ষপাতী হইয়াছিলেন, কিন্তু তাহাদিগের কার্য্য দর্শন করিয়া এখন আবার তাঁহারাই বিপক্ষ হইয়া উঠিয়াছেন। ফলতঃ উপাসকদিগের স্বার্থপরতা ও মূর্খতা ধর্ম্মের অধিকতর অনিষ্ট করিয়াছে। আমরা যদর্থ অদ্য এই বিষয়ের প্রসঙ্গ করিতেছি, তাহা নিম্নে লিখিত হইতেছে।

বোম্বাইনগরে সত্যপ্রকাশ নামে একখানি সম্বাদপত্র আছে, তৎসম্পাদক কর্ষণ দাস মুলজী তত্রত্য অন্যতর ধর্ম্মসম্প্রদায়ের প্রধান পুরোহিতের দোষের কথা লিখিয়া ১৮... অক্টোবর তারিখে ... প্রকাশ করেন। প্রধান পুরোহিত যদুনাথ জী ব্রজরত্ন জী আপনাকে ঈশ্বরের অবতার বলিয়া পরিচয় দেন এবং উক্ত

য মং ধর্ম্মোপাসকদিগের স্ত্রী কন্যাদি লইয়া [illegible] করিয়া থাকেন। সত্যপ্রকাশে [illegible] পুরোহিতের ("ইহাকে মহারাজ বলে) এইসকল দুর্ব্যবহারের কথা লিখিত হওয়াতে মহারাজ তজ্জন্য সুপ্রিমকোর্টে নালীশ করেন। সম্প্রতি তাহার বিচার হইয়া গিয়াছে। মহারাজের ৫ টাকা জরিমানা হইয়াছে আর তাঁহাকে মোকদ্দমার [illegible] দিতে হইবে।

যাঁহারা পুরোহিত উপাসকদিগের স্ত্রী কন্যাদি লইয়া ব্যবহার করিবেন, ইহা কোন্ ধর্ম্ম শাস্ত্রে আছে? এত দিন অজ্ঞানান্ধকার সমুদায় আচ্ছন্ন করিয়া রাখিয়াছিল, দুশ্চরিত্রেরা ধর্ম্মনাম কঞ্চুক দ্বারা আবৃত হইয়া যাহা মনে করিয়াছে, তাহাই হইয়াছে। প্রতিবাদ করিবার লোক ছিল না। এখন সে কাল অতীত হইয়াছে। সাহস পূর্ব্বক এই সকল দুষ্প্রবৃত্তির বিষয় প্রকাশ করিতে পারে এখন এরূপ অনেক লোক হইয়াছে। এই সকল বিষয় যত প্রকাশিত হইবে, ততই লোকের হিন্দু ধর্ম্মের প্রতি অশ্রদ্ধা জন্মিবে।

বোম্বাইয়ের প্রধান বিচারপতি উক্ত মোকদ্দমায় আজ্ঞা দিবার সময়ে এই কথা বলেন, "যে বিষয় নীতি বিরুদ্ধ তাহা কখন ধর্ম্মানুমোদিত হইতে পারে না। যে সকল প্রথার সমাজের মূল পর্য্যন্ত নষ্ট করিবার ক্ষমতা আছে, প্রকাশরূপে তাহার প্রতিবাদ করা নিতান্ত আবশ্যক।" যদি আমরা অনুধাবন করি, দেখিব স্পষ্ট প্রতীয়মান হইবে, প্রধান বিচারপতি প্রকারান্তরে ভারতবর্ষীয়দিগকে প্রচলিত কুসংস্কার পরিত্যাগে যত্নশীল হইতে অনুরোধ করিয়াছেন।

ভারতবর্ষের এ অংশে উক্ত [illegible] ন্যায় ধার্ম্মিক নাই এমন নয়। ভৈরবী চক্র [illegible] এই চক্রের তান্ত্রিকদিগের সুরা পান ও বারাঙ্গনা সেবন কি অনুমত নয়? এরূপ জনশ্রুতি কোন কোন ভদ্রবংশীয় স্ত্রী লোকও চক্রেশ্বরের আলাপনায় দেহ সমর্পণ করেন। নেড়ানেড়ী, কর্ত্তাভজা [illegible] এ সমুদায় দলে কি কুক্রিয়ার স্রোত প্রবাহিত দৃষ্ট হয় না? সত্যপ্রকাশ সম্পাদক এদেশীয় সম্পাদকদিগের আদর্শ স্বরূপ হইয়াছেন। যখন ভারতবর্ষের মঙ্গল সাধন সম্পাদকদিগের উদ্দেশ্য হইয়াছে, তখন শ্রেণি বিশেষ অথবা ব্যক্তি বিশেষের মনোরঞ্জন চেষ্টা পরিত্যাগ করিয়া অপক্ষপাত চিত্তে যাবতীয় দোষের উদ্ঘাটন করা বিধেয়। যে দেশে বিশুদ্ধ ধর্ম্ম ও বিশুদ্ধ প্রথা প্রাদুর্ভূত না হয়, তাহার যথার্থ উন্নতি লাভের সম্ভাবনা নাই।

লণ্ডন ৩ই এপ্রেল ১৮৭২।

সিবিল সার্ব্বিস প্রকাশ্যরূপে পরীক্ষা দিয়া সকলে রাজকার্য্য প্রাপ্ত হইবেন এতদ্বিষয়ক প্রস্তাব ১লা এপ্রেল কমন্স সভায় বিচারিত হয়। ফসেট সাহেব সভাতে এই প্রস্তাব করেন যে সিবিল সর্বিস সংক্রান্ত যাবতীয় পদ কেবল পরীক্ষোত্তীর্ণ ব্যক্তিদিগের প্রতি অর্পিত হয়। যদিও এই প্রস্তাব বিচারার্থ অগ্রাহ্য হইল তথাপি উক্ত বিচার দ্বারা প্রকাশ্য পরীক্ষা বিষয়ে কোন কোন কমন্স সভ্যের অভিপ্রায় ব্যক্ত হইয়াছে। ফসেট সাহেব কহিলেন যে পূর্ব্বাপেক্ষা এক্ষণে অনেক পদ কেবল অনুগ্রহ বা আত্মীয়তানিবন্ধন প্রদত্ত হইতেছে অতএব ইহা উচিত যে কেবল পরীক্ষোত্তীর্ণ ব্যক্তিদিগকে রাজকার্য্যে নিযুক্ত করা উচিত। [illegible]সটাট সাহেব এই প্রস্তাবের পোষকতায় কহিলেন যে ভারতবর্ষের সিবিলসর্বিস বিষয়ে প্রকাশ্য পরীক্ষার যে আধুনিক রীতি প্রবর্ত্তিত হইয়াছে তাহা ফলদায়ক হয় নাই, পুত্র কৌট নীচকুলজাত ব্যক্তিদিগকে ভারতবর্ষের রাজকার্য্যে নিযুক্ত করে, সিবিল সর্বিসকে নীচকরা মাত্র। তথাপি তিনি চাকরীর কর্ম্ম সম্বন্ধে ফসেট সাহেবের পোষকতা করিলেন। [illegible] সাহেব বলিলেন যে পরীক্ষার নিয়মানুসারে কার্য্যার্থীরা অতি [illegible] অধ্যয়ন করে তাহারা সাহিত্য ও গণিতশাস্ত্রে ব্যুৎপন্ন হয় বটে, কিন্তু রাজকার্য্যে পারদর্শিতা প্রকাশ করিতে পারে না। অতএব প্রকাশ্য পরীক্ষার রীতি যাবতীয় ডিপার্টমেন্টে প্রচলিত করা অনিষ্টজনক হইবে। [illegible] সাহেব এই অভিপ্রায়ের পোষকতায় কহিলেন যে পরীক্ষকেরা কার্য্যার্থিদিগের প্রতি যে সকল প্রশ্ন প্রদত্ত হয়, তাহা অতি অযুক্ত। তিনি গণিতশাস্ত্র সংক্রান্ত একটি প্রশ্ন উল্লেখ করিয়া কহিলেন যে সভার অন্যান্য সভ্যের কথা দূরে থাকুক, স্বয়ং গ্লাডষ্টোন সাহেব উহার উত্তর দিতে সক্ষম হইবেন না, ক্ষুদ্র বালকদিগের [illegible] হইতে উক্ত প্রশ্নের উত্তর প্রত্যাশা করা নিতান্ত অবিবেচনার কার্য্য। [illegible] ষ্টান্লি কহিলেন যে প্রকাশ্য পরীক্ষার প্রতি একটিও গুরুতর আপত্তি উত্থাপিত হয় নাই। প্রথমতঃ কথিত হইয়াছে যে এই রীতি অনুসারে কেবল বুদ্ধিবৃত্তি ও মানসিক শক্তির পরীক্ষা হয়, কিন্তু ধর্ম্ম প্রবৃত্তি ও শারীরিক গুণের অনুসন্ধান করা হয় না। ইহার উত্তর এই যে কার্য্যার্থির শারীরিক অবস্থা চিকিৎসকের দ্বারা পরীক্ষিত হইয়া থাকে। চরিত্র বিষয়ে বক্তব্য এই যে কেবল সাটিফিকেটপত্র বহুল আদরণীয় পদার্থ নহে। সকলেই জানে যে অনায়াসে অতি উত্তম পত্র পাওয়া যায়। কিন্তু ভারতবর্ষীয় সিবিল সর্বিসের পুরাতন রীতিতে যেরূপে চরিত্রের পরীক্ষা হইত, এক্ষণে সেইরূপেই হইতেছে। বিশেষতঃ যখন একব্যক্তি পরীক্ষোত্তীর্ণ হয়, তখন সে আপনার সমধিক পরিশ্রমের পরিচয় দিয়া থাকে। একটি প্রধান আপত্তি এই যে প্রাচীন সিবিলদের সন্তানেরা রাজকার্য্য হইতে বঞ্চিত হইতে পারে। ইহার উত্তর এই যে প্রাচীন সেনানীরা যথেষ্ট পুরস্কার লাভ করিয়া থাকেন কিন্তু কি জন্য তাঁহাদের সন্তানেরা অন্যান্য ব্যক্তির অপেক্ষা সমধিক অনুগ্রহ লাভ করিবে, তাহার কারণ অনুভূত হয় না। প্রশ্ন বিষয়ে বক্তব্য এই যে এরূপ প্রশ্ন কিছু সর্ব্বদা প্রদত্ত হয় না। কেবল উপহাস করিবার নিমিত্ত দুই একটি প্রশ্ন নির্ব্বাচিত করা অতি অন্যায়। এইসকল বিষয় বিবেচনা করিয়া ফসেট সাহেবের প্রস্তাব গ্রাহ্য করা উচিত বোধ হইতেছে। তদনন্তর সর [illegible] ইন্স, [illegible] প্রভৃতি সভ্যেরা বক্তৃ-

...করিলেন। কিন্তু পরিশেষে ... হইল। ইংলণ্ডে প্রাপ্ত ... অদ্যাপি ... তিরোভাব হয় নাই।

... সাহেব ব্রিটিস্ রাজ্যের আ... আগামী বর্ষের আয় ব্যয়ের এস্টিমেট অর্পণ করিয়াছেন। ব্যয় ৭০,৩৭০,০০০ পৌণ্ড, আয়, ... ৯০০০ পৌণ্ড।

নীলদর্পণ নাটকের ইংরেজী অনুবাদ ...খানে মুদ্রিত হইয়া বিক্রীত ...

রোমক পত্রে এমত জনরব উঠিয়াছে যে ...পাপ বেগম সমরুকে দেবীত্বে প্রতিষ্ঠিত ক... ...বার অভিপ্রায় প্রকাশ করিয়াছেন। বঙ্গ... ...দেশের বৈষ্ণবদের ন্যায় (বৈষ্ণবেরা প্রকা... ...ন্তর গোমান্ কাথলিক মাত্র) রোমান ...থলিক পণ্ডিতেরা মৃত ব্যক্তি বিশেষকে ...ধিক পুণ্যপরায়ণ বিবেচনা করিয়া গোস্বামী অথবা দেবতারূপে প্রতিষ্ঠিত করে। বেগম ...ক সেই রূপ এক দেবী হইবেন। বেগমের ...রিত্র আপনার পাঠকদের মধ্যে অনেকে ...বগত থাকিতে পারেন। তাঁহার উপপতি ...নীর সহিত হাস্য পরিহাস করিয়াছিল বলি... বেগম ঐ দাসীকে এক কাষ্ঠাসনের নিম্নে ...বিত প্রোথিত করিয়াছিলেন। অল্প কাল ... বেগম স্বজন উপপতির মনোরঞ্জন করি...লেন। পরে বৃদ্ধাবস্থায় তপস্বিনী হয়েন। মনে ...নে তাঁহার ইস্লামে বিলক্ষণ বিশ্বাস ছিল, ...পচ তাঁহার হস্তে শালগ্রামাদির অবমাননা ...ইত না। তথাপি, ইটালি প্রদেশে তাঁহার ...স্তর ধন নিহিত হইবাতে বোধ হয় রোমান ...পালিক দেবীরূপে ভবিষ্যৎ কালে বিখ্যাত ...টবেন। খ্রীষ্টান ধর্ম্মে তপস্যা হওয়া দুষ্কর ...হে। একব্যক্তি আজীবন কুপথাবলম্বী ...কিয়া মৃত্যুকালে যদি বলেন আমি প্রভু খ্রি...ষ্টে বিশ্বাস রাখিয়া মরিতেছি তবে সে ...ক্ত যেন ভিন্নের সহিত মিলিত হইবে। আ...মাদের স্বদেশীয় ধর্ম্ম যে ইহার কত অনুরূপ, তাহা আপনার পাঠকেরা বিবেচনা করিবেন।

সংপ্রতি একজন সমাচারপত্র সম্পাদক ...পূর্ব্বক অনশন করিয়া দেহত্যাগ করিয়াছেন।

... ছাত্রেরা যেরূপ কলেজে পরীক্ষো...ত্তীর্ণ হইয়া থাকেন, স্ত্রীলোকদিগকে সেই ...পরীক্ষায় দিবার নিমিত্ত চেষ্টা হইতেছে।

ইংরাজদের একটি বিশেষ রীতি এই যে উক্ত ... ব্যক্তিরা অধ্যাপকদিগকে উপহাসক করিবার নিমিত্ত নিরন্তর চেষ্টা করিয়া থাকেন।

একজিবিশন কার্য্য আরম্ভ করিবার নিমিত্ত কয়েকজন কমিশনর নিযুক্ত হইয়াছেন। ইংলণ্ডেশ্বরী তৎকালে লণ্ডন হইতে দূরে থাকিবেন। ইহা নিশ্চিত বলিয়া প্রত্যক্ষ হইল যে সম্রাট্ নেপোলিয়ন্ ইংলণ্ডে আগমন করিবেন।

ফরাসীস দেশীয় বিখ্যাত কবি ও লেখক লামার্টিন্ আমাদের দেশীয় অনেকের আশ্রম লইয়াছেন। কবিদের সাধারণ আচারানুসারে তিনি একণে দৈন্য দশায় পড়িয়াছেন। এক ব্যক্তি তাঁহার পক্ষ হইয়া ব্যবস্থাপক সমাজে তাঁহাকে বৃত্তি দিবার নিমিত্ত আবেদন পত্র প্রদান করেন। কিন্তু লামার্টিন ইহা শ্রবণ মাত্র ব্যবস্থাপক সমাজের এক সভ্যকে পত্র লিখিলেন যে ঐ আবেদন পত্র যেন অগ্রাহ্য হয়। কারণ, তিনি বলেন ফরাসীস লোকেরা যে রূপ রাজশাসন প্রণালী অবলম্বন করুন না কেন, তাহাতে তাঁহার কোন আপত্তি নাই, কিন্তু পূর্ব্বে তিনি রাজশাসন বিষয়ে পুনঃ পুনঃ যে মত প্রচার করিয়াছেন, তাহাতে সম্রাটের রাজকোষ হইতে বৃত্তি গ্রহণ করিতে পারেন না। এ ব্যবহার লামার্টিনের উপযুক্ত বটে। আপনার পাঠকদের মধ্যে অনেকে জানেন যে উক্ত কবি সাধারণতন্ত্র পক্ষ লোক।

৯ই এপ্রেল।

মাঞ্চেষ্টরের তুলার ... ব্যবসায়িরা পার্লিমেণ্টে অর্পণ করিবার নিমিত্তে এক আবেদন পত্র প্রস্তুত করিয়াছেন। তাহাতে উক্ত হইয়াছে যে ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট সূত্রের উপর শতকরা পাঁচ টাকা ও বস্ত্রের উপর শতকরা দশ টাকা যে শুল্ক স্থাপন করিয়াছেন, তাহা অতি অন্যায়। তদ্দ্বারা ভারতবর্ষীয় ব্যবসায়ী দিগকে কেবল উৎসাহ দেওয়া হইতেছে। ভারতবর্ষীয় ধনীদিগের রাস্তাবন্দী প্রভৃতি কার্য্যে নিযুক্ত থাকা উচিত, যেহেতু বস্ত্র ব্যবসায়ে তাঁহাদের হস্তক্ষেপ অনধিকারচর্চা বিশেষ। আবেদন কারীদের প্রার্থনা এই যে ...দের ব্যবসায় তাঁদের প্রতি এক চেটিয়া করিতে না দেওয়াতে গবর্ণমেণ্ট পক্ষপাতিতা করিতেছেন।

৭ই এপ্রেল।

আসাম দেশীয় রাজপুত্রেরা ফরাসীস দেশে উপস্থিত হইয়াছেন। অদ্যকার কোন পত্রে উক্ত হইয়াছে যে তাঁহারা মার্সেলস্, ও লিয়ন্স নগরস্থ সমস্ত আশ্চর্য্য ব্যাপার কৌতূহলের সহিত অবলোকন করিয়াছেন। কোন কোন ফরাসীস সম্পাদক মিথ্যা করিয়া লিখিয়াছেন যে লিয়ন্স নগরে উঁহারা বাষ্পীয় শকটে আরোহণ করিতে ভীরুতা প্রকাশ করেন। কিন্তু লেখকদের স্মরণ করা উচিত ছিল যে মিসর দেশে লৌহ বর্ত্ম ও বাষ্পীয় শকট বর্ত্তমান আছে, এবং রাজ পুত্রেরা তথা হইতে আগমন করিয়াছেন। ব্রাইটন্ নগরে আগামি যে বলান্টিয়রদের রিবিউ প্রদর্শিত হইবে লার্ড ক্লাইড্ অধ্যক্ষতা করিবেন।

রাজা রামমোহন রায়ের বন্ধু মৃত ... আ...ডম সাহেব ইতিহাস তত্ত্ব বিষয়ে এক অদ্ভুত কই পুস্তক প্রস্তুত করিয়াছেন। তাহা ... হইতেছে, এবং অনতিবিলম্বে প্রচারিত হইবে।

মৃত অল্ বর্ট বাহাদুরের কীর্ত্তিচিহ্ন স্থাপনার্থ উপযুক্ত টাকা সংগ্রহ হয় নাই, অতএব সাধারণের ভিক্ষা আরম্ভ হইয়াছে।

প্রত্যক্ষ হইল যে এক ব্যক্তি ম্যাডিনির বেশে গারিবাল্ডির সহিত সাক্ষাৎ করিতে উদ্যত করিতেছিল, অনুসন্ধান করাতে তাহার নিকট বারুদ ও গুলিপূর্ণ এক পিস্তল দৃষ্ট হইল। পঞ্চাশ বৎসর পূর্ব্বে 'রাহাজানি' বিষয়ে বঙ্গদেশের যে রূপ অবস্থা ছিল, এক্ষণে ইটালির কোন কোন অংশের অবস্থা সেইরূপ হইয়াছে।

আর্ডেল্ ও রীড্ সাহেব ইষ্টইণ্ডিয়া কোম্পানির ডাইরেক্টর রূপে মনোনীত হইয়াছেন। উক্ত কোম্পানি আজিও প্রাণ ত্যাগ করেন নাই।

সিন্ধু-রেল-ওয়ে কম্পানি প্রত্যেক অংশ ২০ পৌণ্ড হিসাবে ১২৫০০০ অংশ দ্বারা ৫০০,০০০ পৌণ্ড মূলধন বৃদ্ধি করিবার নিমিত্ত আবেদন করিয়াছেন। ... ... তে ... পর্য্যন্ত লৌহবর্ত্ম প্রস্তুত হইবে।

আমেরিকা হইতে কোন গুরুতর সংব...

উপস্থিত ... বার্ণেল ... যেন
কৌশিত হই ...

লণ্ডন ... ৬২।

... বিচার গুপ্ত

... ইংলণ্ডে শীত বাগান।
... তি যাত্রাযাতক কন্তুক।
... যশে শীত যে তোর।
... অভেক জোর॥
... বুঝি নিদয়।
... ...॥
... বায়ণিক বধূ।
... দুই বড় পাতকা॥
... পাতা তরুর।
... অরে নির্দ্দর॥
... যৌবন।
... ...॥
... তার চ
কলেবর মোর ছুঁইলে ভর॥
তুষারে আবৃত হল ধরণী।
বিশদবসনা বিধবা গণি॥
... জোরের প্রায়॥
দেখিতে দেখিতে কোথা পলায়।
উঠিতে বসিতে যায় তো দিন।
রাতি সংযাপন বড় কঠিন॥
কালরাতি সব বিষম ঘোর।
অনুমান যেন না হবে ভোর॥
আগুন বিহনে না বাঁচে প্রাণ।
কাঁপে দেহ যেন তৃণ সমান।
কত দিন আর এই যাতনা॥
কত দিন শীত বিড়ম্বনা॥
ছাড়িয়া না ছাড়ে একি বালাই।
মনে হয় দেশ ছেড়ে পলাই॥
লণ্ডন ১৫ই চৈত্র ১৭৮৩।

বিবিধ সংবাদ।

৩০এ বৈশাখ সোমবার।

হরকরা সম্পাদক নিম্ন লিখিত ইউরোপীয় ও আমেরিকার সমাচার প্রাপ্ত হইয়াছেন।—

মেরিমাক নামক বিদ্রোহী জাহাজ আমেরিকার দক্ষিণাংশের লোক দিগের জাহাজ গবর্ণমেণ্টের তিন খানি জাহাজ ধংসীভূত করিয়াছে। ... উপকূল হইতে পলায়ন করিয়া ... নষ্ট করিতেছে। ইয়র্ক টৌনের নিকটে একটি যুদ্ধ হইবার বিলক্ষণ সম্ভাবনা আছে। বিদ্রোহীদিগের এক লক্ষ সৈন্য ও ... আছে।

... গবর্ণমেণ্ট সারবিয়ার সীমান্তে ... সেনা একত্রিত করিয়াছেন।

একপ জনশ্রুতি ফরাসী যুদ্ধ জাহাজ ... নেপল্‌সে যাইতেছে।

মাসার্গ (এক জন বিখ্যাত ফরাসী ...) বিচারে মুক্ত হইয়াছেন।

১২ই এপ্রেল।

করিন্থনগরের নিকটে এক ভয়ানক যুদ্ধ হইয়া গিয়াছে। গবর্ণমেণ্টের ২০ সহস্র ও বিদ্রোহী দিগের ৩৫ সহস্র লোক হত হইয়াছে। সেনাপতি জনষ্টন (বিদ্রোহী) হত ও বরোগার্ড (বিদ্রোহী) আহত হইয়াছেন। বিদ্রোহীগণ প্রথমতঃ জয়ী হয় কিন্তু গবর্ণমেণ্টের সেনারা সাহায্য পাইয়া তাহাদিগকে দূরীভূত করিয়াছে।

১০ নম্বর দ্বীপ গবর্ণমেণ্টের হস্তগত হইয়াছে।

মেকসিকোর গবর্ণমেণ্ট অনিক ব্যক্তি দিগের নিকট হইতেও টাকা কর্জ্জ করিয়াছেন। সহযোগী সেনাপতিরা পুনর্ব্বার যুদ্ধারম্ভ করিবেন বলিয়াছেন।

আথেন্স, ২০এ এপ্রেল। রাজপক্ষ সেনারা ... নাপ্লিয়ার দুর্গে প্রবেশ করিয়াছে। পারিস, ২২এ এপ্রেল। হারজ গোবিনায় একটী ভয়ানক যুদ্ধ হইয়া গিয়াছে। তথায় তুরুক সেনাদিগের আক্রমণ করা ভার হইয়াছে। মণ্টিনিগ্রোর লোকেরা জুবাকে অবরোধ করিতেছে।

বাবু ব্রজনাথ ধর পুনর্ব্বার দেউলিয়া হইবার আবেদন করাতে বাবু শ্যামাচরণ মল্লিক বিচারালয়ে তাঁহার প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলতঃ স্পষ্ট প্রকাশ হইয়াছে ব্রজনাথ ধরের মাতা, পুত্র ও স্ত্রীর নামে অনেক সম্পত্তি আছে। ... তাঁহাকে সতর্ক হইতে বলিয়া ... মোকদ্দমা স্থগিত রাখিয়া ... পরের অবধারণ করিয়া এই রূপে দেউলিয়া ...।

পঞ্জাবের ... ব্যবহার নিবারণী সভার প্রতি ... সাহেবের আদেশানুসারে এক ... গাড়োয়ানের ... টাকা জরিমানা হইয়াছে। বটতলা ... প্রভৃতি স্থানে এরূপ অনেক অশ্ব আছে তাহারা ... ক্রমেই গাড়ি টানিতে পারে না। তথাপি তাহাদিগকে ... হয়।

আলাহাবাদ রিপোর্টে প্রকাশ পাইয়াছে গত সোমবার তথায় ভয়ানক ঝড় হইয়াছে। ... যমুনার ... বড় বড় বৃক্ষ ... অট্টালিকার ... হইয়া যায়। প্রাণিহত্যা হইয়াছে কি না জানা যায় নাই।

গবর্ণমেণ্টের বিভিন্ন ধনাগারে নিম্নলিখিত টাকা জমা আছে।

ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের		৫৮০০১৬৪০
বঙ্গদেশীয়	ঐ	২১৪৮৬৫০১
উত্তর পশ্চিমাঞ্চলের	ঐ	২৮৯৮৩১২১
পঞ্জাবের	ঐ	৬৩৭৭১৭১
মান্দ্রাজের	ঐ	২৮০৮৪০৭৭
বোম্বাইয়ের	ঐ	২৭৫৩৩৮৮
মোট টাকা		১৭৫৮৪৪৫০৬

সর চার্লস উড ভারতবর্ষের উপরে যে ক্ষতি চাপাইয়াছেন তন্নিবন্ধনই গত মাস অপেক্ষা এবার অল্প টাকা জমা দেখা যাইতেছে।

আমরা বাঙ্গালী নামক সাপ্তাহিক পত্রের দুই খণ্ড প্রাপ্ত হইয়াছি। এই পত্র খানি উত্তম রূপে লিখিত হইতেছে। আমাদিগের বলবুদ্ধি যত হয়, ততই মঙ্গল। সেই মঙ্গল বাঙ্গালী পত্র দ্বারা সাধিত হইবে আমরা এ আশা করিতেছি।

সব আসিষ্টান্ট ... বাবু যদুনাথ ঘোষ বিদ্রোহকালে ... সৈন্যদলে ছিলেন, তন্নিবন্ধন তাঁহার পুরস্কার জন্য ইংলণ্ড হইতে একটি স্বর্ণ মেডাল আসিয়াছে। কিন্তু তিনি অনুপস্থিত থাকাতে গবর্ণমেণ্ট তাহা রাখিয়া ঘোষণা করিয়া দিয়াছেন ... মাসের মধ্যে না লইলে ইহা সর চার্লস উডের নিকট প্রত্যর্পণ করা যাইবে।

পুলিসে সম্প্রতি এক জন ইউরোপীয় অপর এক ব্যক্তির নামে এই বলিয়া নালিশ

রে, প্রতিবাদী গোপনে তাহার এক নৌকা বিক্রয় করিয়াছে। মাজিষ্ট্রেট সাহেব ঐ বিষয়ের প্রশ্ন করিলেই সে বলিল, আমি কি জন্য জামীন করিয়াছি বলিতে পারি না। এইরূপ আরো সে অনেক মিথ্যা কহিয়াছে। মাজিষ্ট্রেট তাহার দুই শত টাকার জামীন লইয়া মোকদ্দমা স্থগিত রাখিয়াছেন। দেখা যাউক মাজিষ্ট্রেট এথ্যাবাদিতার কি দণ্ড করেন?

৩১এ বৈশাখ মঙ্গলবার।

ফিনিক্স সম্পাদক বলেন, সব আসিষ্টাণ্ট সরজন ডাক্তার এ, গঙ্গাধর মিত্র পদ ত্যাগ করিয়া এম, ডি, উপাধির জন্য ইংলণ্ডে অধ্যয়ন করিতে যান। তিনি ঐ উপাধি পাইয়াছেন। গবর্ণমেণ্ট তাঁহাকে পুনর্ব্বার কর্ম্ম দিয়াছেন। যখন আসিষ্টাণ্ট সরজনেরা পদত্যাগ করিলেও যদি তাঁহাদিগকে পুনর্ব্বার কর্ম্ম দিবার নিয়ম করা হয়, তবে চিকিৎসক লাভ দুষ্কর হয় না।

এক ব্যক্তি ৩৮ গণিত এতদ্দেশীয় সেনাদলের সুবেদার মেজরের প্রাণবধ করিয়াছে। ঐ সেনা দল রাত্রিকালে যাইতে ছিল সুবেদার অশ্বারোহণে তাহাদিগের পশ্চাতে ছিলেন, এমত সময়ে এক বন্দুকের শব্দ হইল। তিনি তৎক্ষণাৎ হত হইয়া অশ্ব হইতে পতিত হইলেন। এক জন নায়ককে সকলে হত্যাদোষী বলিয়া স্থির করিয়াছেন, কারণ সে ব্যক্তি পলায়িত হইয়াছে। আশ্চর্য্যের বিষয় এই, সুবেদারের পার্শ্ববর্ত্তি সেনারা সকলেই বলিতেছে তাহারা হত্যাকারীকে দর্শন করে নাই। সুবেদার বিদ্রোহ কালে গবর্ণমেণ্টের সবিশেষ আনুকূল্য করিয়াছিলেন। অতএব তাঁহাকে বধ করাতে অনেকে বলিতেছেন ৩৮ গণিত সেনাদলকে কর্ম্ম হইতে ছাড়াইয়া দেওয়া উচিত। ঐ সকল সেনাদের পর মর্ম শুনিলেই প্রাকুল।

ইংলিসম্যান সম্পাদক বলেন উপনিবেশে লইয়া যাইবার জন্য যে সকল মজুর স্থির করা হয়, তাহাদিগের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া হয় না, তাহাতে অনেকে জাহাজে উঠিবার পূর্ব্বেই ক্ষুধির পীড়ায় প্রাণত্যাগ করে। অনেক সময়ে এরূপও ঘটনা হইয়াছে, পিতা মাতার মৃত্যু হওয়াতে উপায় হীন শিশুদিগকে মরিসসে নিক্ষেপ করা হইয়াছে। সর জায়লস উক্ত লিখিত প্রস্তাবরে এই আদেশ করিয়াছেন যে মজুরদিগের স্বাস্থ্যের প্রতি বিশিষ্টরূপে মনোযোগ দেওয়া হয়। যাহারা প্রাণত্যাগ করিবে উপনিবেশের প্রতিনিধি তাহাদিগের সন্তানগণকে স্বগৃহে পুনঃ প্রেরণ করিবেন, অথবা তাহাদিগের যথোচিত ভরণপোষণ করিবেন। গ্রাণ্টসাহেব মজুরদিগের কষ্ট নিবারণের জন্য ব্যবস্থাপক সভায় এক বিল অর্পণ করিবেন প্রস্তাব করিয়াছেন, কিন্তু তিনি তাহা কার্য্যবশতঃ করিতে পারেন নাই। পীকক সাহেব এতদ্বিষয়ে মনোযোগী হইন।

সংবাদ আসিয়াছে গ্রীস দেশের বিদ্রোহ শান্তি হইয়াছে। রাজকীয় সেনারা বিদ্রোহিদিগের প্রধান দুর্গ অধিকার করিয়াছে। যাহা হউক গ্রাসের যাবতীয় লোক রাজা অথোর প্রতি বিরক্ত হইয়াছেন। প্রজা রঞ্জন করিয়া শাসন কার্য্য নির্ব্বাহ করা অনেক রাজারই ঘটে না।

ইংলণ্ডে একটা প্রথা হইয়াছে স্ত্রী ও পুরুষ বিবাহার্থী হইলে বর ও কন্যার নিমিত্ত সম্বাদ পত্রে বিজ্ঞাপন করিয়া দেয়। তাহাতে আপন আপন বয়স, রূপ, সম্পত্তি প্রভৃতির বিষয় লেখা হয়। সম্প্রতি এক কৌতুকাবহ ঘটনা ঘটিয়াছে। এক ব্যক্তি একদা এই ভাবে এক বিজ্ঞাপন করিয়া দেয় তাহার বয়স অল্প ও বাৎসরিক ৩০০০ টাকা আয় আছে। সে যদি একটি ভাল স্ত্রী পায় বিবাহ করে। এই বিজ্ঞাপন দেখিয়া এক স্ত্রী লোক তাহার নিকটে লিখিয়া পাঠাইল যে সে বিবাহ করিবে না স্থির করিয়াছিল, কিন্তু তাহার বিজ্ঞাপন দেখিয়া তাহার বিবাহ করিবার মানস হইয়াছে। উত্তরে এই রূপ দুই চারি পত্র লেখা লিখি হইলে পর স্ত্রী লোকটী একখানি গ্রামের নাম নির্দেশ করিয়া লিখিয়া পাঠাইল যদি তিনি সেই স্থলে যান ঐ স্ত্রী লোকের সহিত সাক্ষাৎ হইবে। পত্র মধ্যে লেখা ছিল, তিনি যখন তাঁহার প্রিয়তমার সহিত সাক্ষাৎ করিতে যাইবেন, তখন বেস ছদ্মবেশে যান। যুবক এই পত্র পাইয়া মহাহৃষ্টচিত্তে রেইলওয়ের শকটে উঠিয়া নির্দিষ্ট স্থানে উপনীত হইলেন। কতক দূর যাইতে না যাইতে করেল জন ভীমমূর্ত্তি পুলিস প্রহরী আসিয়া তাহাকে গ্রেপ্তার করিল। এক দিনের পর প্রকাশ পাইল যে স্ত্রীলোকটি বিদ্রূপ করিবার জন্য তাহাকে দস্যু বলিয়া পুলিসে সম্বাদ দেয়। পাঠকগণ! এটী যথার্থ কৌতুকাবহ ঘটনা কি না?

সমাচার হিন্দুস্থানী সম্পাদক অনুমান করেন, আফগানি পাঠানের কয়েক জন সেনাপতি সরদারের চক্রান্তে অধুনা যুদ্ধ ঘটিয়াছে। পারস্যাধিপতির আজ্ঞানুসারে পারস্য সেনাগণ তথায় প্রেরিত হয় নাই, হিরাটের রাজা সুলতান জান পারস্য দেশে সেনা সংগ্রহ করিয়া তাহাদিগকে রাজকীয় সেনা বলিয়া ঘোষণা করিয়া দি[illegible]ছেন। যাহা হউক গবর্ণমেণ্ট যেন ভাল রূপে অনুসন্ধান না করিয়া যুদ্ধ প্রবৃত্ত না হন।

১লা জ্যৈষ্ঠ বুধবার।

লেইলাণ্ড সাহেব বণিক সম্প্রদায়ের সহকারী সভাপতি হইয়াছেন। ওয়াইট্ ব্রেট বাকী থাকেন কেন?

পাঠকগণ শুনিয়াছেন বিলাতী কাগজের শুল্ক উঠিয়া গিয়াছে সম্প্রতি কলিকাতার বণিক ইংলণ্ড হইতে কতকগুলি আমদানি করেন। কষ্টম হাউসের সুপারিণ্টেণ্ডেণ্ট তাহার শুল্ক গ্রহণ করেন, তাঁহারা ঐ বোর্ডে আবেদন করাতে তাঁহারা আজ্ঞা করিয়াছেন মুদ্রিত কাগজ ভিন্ন আর সমুদায় কাগজে শুল্ক লওয়া হইবে। ইহার অর্থ কি?

গত বর্ষে বঙ্গদেশে পবলিক ওয়ার্ক হেতু নিম্ন লিখিত টাকা ব্যয় হইয়াছে:—

নূতন কার্য্যে	১৭,৮৫,০৫৯
সংস্কার কার্য্যে	১২,৯৫,৮৩৮
বেতন ইত্যাদি	১০,৯৯,৬৯০
মোট টাকা	৪১,৮০,৫৮৭;

পবলিক ওয়ার্কের কর্ম্মচারিদিগের উদর অন্বেষণ করিলে ইহার তিন অংশ বাহির হইতে পারে।

ফরাসীরা আসিয়া খণ্ডে পুনরায় আধিপত্য স্থাপন চেষ্টায় আছে। কোচিন চীন তাহাদিগের হস্তগত হইয়াছে, চীন দেশে তাহারা ক্রমে স্থিরপদ হইয়া উঠিতেছে।

ফরাসী রণতরির অধ্যক্ষ সম্প্রতি মস্কাটের সুলতানকে এই কথা লিখিয়া পাঠাইয়াছেন সুলতানের যে সমস্ত প্রজা বিদ্রোহী হইয়াছেন, তিনি (রণতরির অধ্যক্ষ) তাহা দিগের দমনার্থ সাহায্য দান করিবেন। কিন্তু সুলতান তদুত্তরে কহিয়াছেন বিদেশীয় দিগের সাহায্য আবশ্যক হইলে তিনি ভারতবর্ষীয় গবর্ণমেন্টের নিকটে প্রথমে আবেদন করিবেন। ... ইচ্ছা পূর্ব্বক ঘরে যেন জল ঢুকাইয়া থা...

গত কল্য ... একটি চারিবর্ষীয় ফিরিঙ্গি বালক ... প্রাণত্যাগ করিয়াছে। ... অসাবধানে গাড়ি ... ইবার নিষেধক আইন আছে পুলিস কি তাহা জানে না।

... বার বেলা পাঁচ ঘটিকার সময়ে মেডিকেল কালেজের ছাত্রদিগের পুরস্কার দেওয়া ... লেপ্টেনান্ট গবর্ণর তথায় উপস্থিত ...

... ংলিসমান সম্পাদক শুনিয়াছেন অনেক ... ীয় চীনদেশীয় সম্রাটের সেনা দলে ... গর করিয়াছেন।

... রিকাবাসী এক ব্যক্তি সাজের মি... দকীয় সেনাদলের অধ্যক্ষতা পদ গ্রহণ করিয়াছেন। অনেক ইঙ্গরেজ আফিসর ... তে প্রবেশ করিবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন ... ার্ত্তবলম্বন ...

বেহারের অহিফেনের কৃষকদিগের ক্লেশের বিষয় প্রসঙ্গ করিয়া উক্ত সম্পাদক বীডন সাহেবের প্রশংসা করিয়া লিখিয়াছেন "এক্ষণে কৃষক প্রভৃতি সাধারণ লোকদিগের রক্ষা করিয়া তাহাদিগের দুঃখ দূর করা নিতান্ত কর্ত্তব্য হইয়াছে। বহুকালাবধি তাহাদিগের ... ই সংস্কার ছিল যে তাহারা ... রেই জন্ম গ্রহণ করিয়াছে। অতএব তাহারা রাজ পরিবর্ত্ত দর্শন করিয়া ... অথবা অসন্তোষ প্রকাশ করিত না, উদাসীনভাব প্রদর্শন করিত। এক্ষণে এই অবস্থার পরিবর্ত্ত হইতেছে। বিদ্যালয়, সামাজিক উন্নতি, সর জন পিটর গ্রান্টের ক্রিয়া রেইলওয়ে টেলিগ্রাফ প্রভৃতিতে তাহাদিগের কষ্টের অনেক হ্রাস করিয়াছে। এদেশীয় কৃষকেরা এক্ষণে তার বল, আইনের মর্ম্ম, আবেদন, সভা প্রভৃতির ফল বিলক্ষণ বুঝিয়াছে অতএব তাহাদিগের সুখ স্বচ্ছন্দের প্রতি অমনোযোগী হওয়া নিতান্ত মূর্খতার কার্য। কৃষকেরা এত দিন নিজ স্বত্ব বুঝিতে পারে নাই বলিয়াই ওঁচাক্টর ব্রেট তাহাদিগকে ক্রীত দাসের ন্যায় রাখিবার পরামর্শ দিয়া আসিয়াছেন।

২রা জৈষ্ঠ বৃহস্পতিবার।

লেপ্টেনান্ট গারেট ও লায়াল সাহেব এক রাশিদ ইষ্টাম্প দেন নাই বলিয়া তাঁহাদিগের ২৫ টাকা জরিমানা হইয়াছে।

করাচিতে ইয়ুরোপীয় ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি হইয়াছে। ইহাদিগের নিমিত্ত পথে যাওয়া ভার হইয়াছে। এই সকল ব্যক্তির উপরে পুলিস আইন জারি না করা হয় কেন?

সিন্ধু ও পঞ্জাবের রেইল ওয়ে কোম্পানি ১৮৬৩ অব্দের মধ্যে লাহোর অবধি মুলতান পর্য্যন্ত রেইলওয়ে খুলিবার অঙ্গীকার করিয়াছেন তাঁহারা লাহোর অবধি দিল্লী পর্য্যন্ত একটি রেইলওয়ে করিবার চেষ্টায় আছেন।

ছোট আদালতের প্রধান জজ বুলমর সাহেবের চক্ষে বিলিয়ার্ডের গোলা লাগাতে ... আঘাত হইয়াছেন। তাঁহার চিকিৎসকেরা বলিয়াছেন চক্ষুটি অন্ধ হইবে। বুলমর সাহেবের অনুপস্থিতি কালে উডরফি সাহেব তাঁহার কার্য্য করিবেন

মাঞ্চেষ্টরের তন্তুবায় বর্গ কার্পাসের দাম প্রভৃতির মূল্য বৃদ্ধি হওয়াতে সঙ্কল্প করিয়াছেন এদেশে আর অধিক কাপড় পাঠাইবেন না। এরূপ করিলে অনেককে ক্ষতি স্বীকার করিতে হইবে।

সম্প্রতি পেগু নগরের অর্দ্ধাংশ ও প্রোমের প্রায় সমুদায় অংশ অগ্নি লাগিয়া ভস্মসাৎ হইয়াছে। তথায় কাষ্ঠ নির্ম্মিত বাটীর সংখ্যা অধিক বলিয়াই সর্ব্বদা এই দুর্ঘটনা ঘটিয়া থাকে।

দিল্লীগেজেটের এক জন সংবাদদাতা যমুনা মসজেদের দুরবস্থার বিষয় পুনরুল্লেখ করিয়াছেন। মসিদের বাটী পড়িয়া যাইতেছে, তাহার উপরে যে সকল শিল্প কর্ম্ম হইয়াছে তাহা শীঘ্র কাটিয়া না ফেলিলে এই বাটীটী শীঘ্র বিনষ্ট হইবে। রাজা জ্যোতি প্রসাদ তাহার নিকটবর্ত্তি ঘাটের মেরামতের নিমিত্ত এক লক্ষ টাকা দিয়াছেন। পবলিক ওয়ার্ক ডিপার্টমেণ্ট হইতে ইহার সংস্কার না হয় কেন?

পারস্য দেশ হইয়া টেলিগ্রাফ করিবার জন্য ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট ভারতবর্ষীয় ধনাগার হইতে ৩ লক্ষ টাকা লইয়াছেন। এই টেলিগ্রাফ দ্বারা ভারতবর্ষ ও ইংলণ্ড উভয়েরই উপকার হইবে, তবে আমরা কিরূপে সম্মত হ...

ইংলিসম্যান সম্পাদক সংবাদ পাইয়াছেন ব্রহ্মদেশে কয়েকজন ... এক জন ইংরাজ আফিসর এ দেশীয় সৈন্যের প্রধান হইয়াছে। ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট এক শতাব্দীর মধ্যে ... ধর্ম্মপ্রবৃত্তি নিবারণ করিতে সক্ষম হইলেন না। বড় লজ্জার কথা।

বোম্বাই গেজেট সম্পাদক বলেন বোম্বাইয়ের "জ্ঞানবক্তার" মহাত্মা রঘুনাথ ... দত্ত প্রকাশ সম্পাদকের হাতে বোম্বাই নগর হইতে ... পত্রের সহিত ... করিয়াছেন। সম্পাদক তাঁহার ... মিথ্যাবাদিতার ... করিবার উদ্যোগে আছেন। বঙ্গদেশবাসী যুবকেরা ইহা দেখিয়া শিক্ষিত হউন।

মন্দ্রাজের ইউরোপীয় নিবাসীরা তত্রত্য সিভিল সিপাল কার্য্যের ... গ্রহণ করিয়াছেন। গবর্ণমেণ্ট আদেশে ঐ ... রাখিয়া আফিস ... পাইকেন।

দিল্লীগেজেট সম্পাদক ... মেজর ও টমাস সাহেব পুলিসের ... অর্জুন সিংহ নামক এক জন বিপ্লবকারী ... তাহার দুইজন সহচরকে বন্দী করিয়াছেন। অর্জুন সিংহ আসিবার ... করিয়া দস্যু বৃত্তি করিতেছিল। তাহাকে ধৃত করিবার সময়ে সে এমন পরাক্রম প্রকাশ করিয়াছিল ও এরূপ আঘাত প্রাপ্ত হইয়াছিল যে কিয়দ্দিবসের মধ্যে তাহার প্রাণ বিয়োগ হই...।

মেইঙ্গ যোগে চীনদেশ হইতে সমাচার আসিয়াছে ফরাসী ও ইংরাজ সেনারা সাঙ্গেয়ের নিকট বহু বিদ্রোহীদিগকে পরাজয়...

...আক্রমণ করিয়া পরাভূত করিয়াছে, কিন্তু তাহারা সবিশেষ নৈপুণ্য প্রকাশ করিয়া পুন র্বার আপনাদিগের শিবির অধিকার করিয়াছে। নিংপোর নিকটে বিদ্রোহি সেনা আছে কিন্তু তত্রত্য বিদেশীয় বণিক দিগের উপরে কোন উপদ্রব হইতেছে না।

পাঠক গণ শুনিয়াছিলেন, নীলকর মাক আর্থর নম জন পিটর গ্রাণ্টসাহেবের নামে অভিযোগ করেন। গত কল্য সেই মোকদ্দমা সুপ্রীমকোর্টে উপস্থিত হইয়াছিল। পিটর্সন, লসিংটন সাহেব প্রভৃতির জবানবন্দি হইয়াছে। এডবোকেট জেনেরল এই বলিয়া গ্রাণ্টসাহেবের পক্ষ সমর্থন করিয়াছেন যে সর্বসাধারণের আপনার মাক আর্থরের সংক্রান্ত ... প্রকাশ করা হয়। সর বার্ণেস পিকক কোন আজ্ঞা দেন নাই। অপর দিন ... আর অপর একটি মোকদ্দমায় জেমলিন ... এতদ্দেশীয় কেহ সেরূপ ... তাঁহাকে জালকারী বলিয়া কারারুদ্ধ করা হইত।

কিয়দ্দিবস পূর্ব্বে ইংলিসম্যান সম্পাদক ... গবর্ণমেণ্ট কয়স্থিয়াবাসিদিগের নিকট হইতে ইনকম টাক্স গ্রহণ করিতে উদ্যত হইয়াছেন কিন্তু গবর্ণমেণ্ট তাহা অলীক বলিয়া প্রতিপন্ন করিয়াছেন।

আসাম টি কম্পানির দুইজন ডিরেক্টরের নামে নিম্নলিখিত অভিযোগ উপস্থিত হইয়াছে। ইহাদিগের নাম ... কার্টার। উঁহারা কোম্পানির চারবীজ আপনাদিগের ভূমিতে ... ও কোম্পানির নানা প্রকার দ্রব্যাদি ... ও উঁহাদিগের মজুর ... কোম্পানির ভূমি কর্ষণ করিয়া লইয়াছেন, কার্টার সাহেব ... কার্য্য উপলক্ষে কমিকা ... করিয়াছেন। পাঠকবর্গ জানেন কি ... সাহেব লণ্ড জোনজার্ন সভার সভ্য ...

ফিনিক্স সম্পাদক পবলিক ওয়ার্কস ক... উক্তি কথার প্রতিবাদ করিয়াছেন। ইহাতে ... এক চোরের প্রোণ ... চোরে বা... হইবে।

৩রা জ্যৈষ্ঠ শুক্রবার।

বাংলা গবর্ণমেণ্টের ... ক্রমে সর ... আজ্ঞা দিয়াছেন এক খানি বাষ্পীয় জাহাজ বোম্বাই হইতে পারস্য অখাতের মশাট, বশর, ও বুসায়ার হইয়া বসেরা পর্যন্ত যাইবে। প্রতিবার ১৫,০০০ টাকা ব্যয় হইবে। এই প্রকার বৎসরে ৮ বার যাইবে। ইহাদ্বারা বাণিজ্য বিষয়ে উপকার হইবার সম্ভাবনা আছে।

মান্দ্রাজ টাইম্স সম্পাদক বলেন মহীসুরের রাজার সাংঘাতিক পীড়া হইয়াছে। রাজার সন্তানাদি কিছুই নাই, সম্পাদক জিজ্ঞাসা করিয়াছেন, তাঁহার মৃত্যুর পর কি হইবে? যেম তিনি জীবিত থাকাতে যাহা হইতেছে, ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট জানেন।

ফিনিক্সের লণ্ডন স্থিত সংবাদ দাতা বলেন উত্তর সমুদ্রে সুবিখ্যাত আবিষ্ক্রিয়া কারী সর জেমস রসের মৃত্যু হইয়াছে।

উক্ত সংবাদদাতা বলেন ইংলণ্ডেশ্বরী শরৎকালে জর্ম্মেণিতে গমন করিবেন।

ইংলিসম্যান সম্পাদক বলেন গ্রাণ্ড সাহেবকে পঞ্জাব হইতে কাণপুরে বিচারার্থে প্রেরণ করা হইবে।

৪ঠা জ্যৈষ্ঠ শনিবার।

আমরা প্রামাণিক লোক মুখে শুনিলাম দুই যুবা খ্রীষ্টধর্ম্মাবলম্বনের মানসে কালনা হইতে পাদরি লালবিহারি দের নিকট আসিয়াছেন। একজন বর্দ্ধমান জেলার অন্তঃপাতি ... থানার দারোগার কনিষ্ঠ ভ্রাতা, নাম শ্রীরামশঙ্কর ঘোষ, দ্বিতীয় শ্রীরাখালদাস গঙ্গোপাধ্যায়, ইনি কালনার গোস্বামিবাটীর দৌহিত্র সন্তান।

মঙ্গলোদয় নামে একখানি নূতন বাঙ্গলা সমাচার পত্র আমাদিগের হস্তে আসিয়াছে। উহা কলিকাতা মির্জাপুর লেনের ১০১ নং গৃহে সুধার্ণব যন্ত্রে মুদ্রিত ও প্রচারিত হইতে আরম্ভ হইয়াছে। ইহার দৈনন্দিন ... ইহা আমাদিগের একান্ত ...

সম্বাদ ভাস্কর পত্রের এক জন পত্র প্রেরক কহেন যে ইনকমটাক্স কারণে তিনি যে আয় লিখিয়া দিয়াছিলেন আসেসর তাহা বৃদ্ধি করিয়া ... টাকা টাক্স আদায় করিবার জন্য সরকার পাঠান। তিনি সে সময়ে গৃহে ছিলেন না অবশেষে জামিন ও চোল খরচ সমেত ১৭।০ টাকা দিতে হইয়াছে। ইনকমটাক্স ঘটিত এ অত্যাচার সামান্য।

...

ভাস্কর সম্পাদক বলেন নীলকরদিগের সহিত প্রজাগণের আদিও যে বিবাদ হইয়াছে তাহার কারণ এই প্রজারা অর্থে ও সামর্থ্যে নীলকরদের তুল্য নহে এবং বিচার পতিরা প্রায় নীলকরদিগের আপনার লোক, কোন অভিযোগ হইলে তাঁহাদের পক্ষেই বিচার হইয়া থাকে। এ ত পুরাতন কথা।

পরিদর্শক সম্পাদক শুনিয়াছেন এক কুলীন ব্রাহ্মণের সপ্তম বর্ষ বয়স্ক এক পুত্রের অতি সমারোহ পূর্ব্বক বিবাহ হইয়া গিয়াছে। বিবাহের সময়ে দুগ্ধ পোষ্য বালক রোদন করিতে লাগিল, পরে এক সরকার এক বেত্র হস্তে করিয়া উপস্থিত হইলে বালক ভয়ে নিস্তব্ধ হইল। এই অবসরে পুরোহিত মন্ত্র পাঠ করিয়া বিবাহ কার্য্য সম্পন্ন করিলেন। বাসর ঘরে বর মা, মা করিয়া কাঁদিয়া উঠিয়াছিল। কৌলীন্য তোকে ধন্যবাদ।

ফিনিক্স সম্পাদক কহেন যে কলিকাতায় এক মহাকম্প হইবে ও তাহা ৩ দিন অবস্থিতি করিবে বলিয়া যে জনরব হইয়াছিল তাহা সম্পন্ন হইল না। বোধ হয় কম্প পথ ভুলিয়া অন্য কোন স্থানে গমন করিয়া থাকিবে।

অনরেবল ইডন সাহেব ভারতবর্ষীয় গবর্ণমেণ্টে লিখিয়াছেন যে আগামি বৎসর যত অহিফেন হইবার সম্ভাবনা ছিল তাহা হইবে না। ঝড়ের জন্য অতিশয় ব্যাঘাত হইয়াছে। কেবল বেহার হইতে ২০,৩৩৮ সিন্দুক এবং বেনারস হইতে ১৩,৮৭৫ সিন্দুক পাওয়া যাইবে।

নীলকর মেক আর্থর বঙ্গদেশীয় ভূতপূর্ব্ব লেপ্টেনেণ্টগবর্ণর গ্রাণ্ট সাহেবের নামে সুপ্রিম কোর্টে যে অভিযোগ করিয়াছিলেন তাহাতে গ্রাণ্ট সাহেবের এক টাকা জরিমানা হইয়াছে, এবং গ্রাণ্ট সাহেবকে মকদ্দমার ব্যয় দিতে হইবে। গ্রাণ্ট সাহেব জয় হইয়াছেন, আর নীলের ভাবনা নাই।

নিম্ন লিখিত মূল্যে গবর্ণমেণ্ট কাগজ বিক্রীত হইতেছে।

৪ টাকার সিকা	কাগজ	৮৯ । ৮৯।০
৪ ,, কোম্পানির	ঐ	৯২০ । ৭০
৫ ,, ঐ	ঐ	১০৪ । ১০৪.০
৫।। ঐ	ঐ	১১০ । ১১০.০

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গলাদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের

আদেশানুসারী নিয়োগ।

নবদ্বীপের মুন্সেফ বাবু মহেশচন্দ্র রায় ফৌজদারি আইনের ১৮৬১ সালের ২৫ আইন ২ ধারা এবং ১৮৫৪ সালের ১০ আইনের ১ ধারার অনুসারে ঐ প্রদেশে দ্বিতীয়শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

১৮৫৯ সালের ১০ আইনের ৪০ ধারার অনুসারে নিম্নলিখিত মুন্সেফেরা ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইবেন—,

রাজসাহিতে বাবু দুর্গাপ্রসাদ বসু রঙ্গপুরে বাবু মদনমোহন দত্ত।

২রা মে—নবদ্বীপ ও যশোহরের প্রতিনিধি ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু [illegible] মুখোপাধ্যায় পূর্ণিয়ায় বদলি হইবেন এবং ফৌজদারি আইনের (১৮৬১ সালের ২৫ [illegible]) ২২ ধারার অনুসারে ঐ প্রদেশে [illegible] শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা [illegible]

[illegible] মে—কলিকাতার প্রতিনিধি কষ্টম [illegible] টি. টি. [illegible] সাহেব কষ্টম কালেক্টর [illegible]

[illegible] সাহেব (যিনি এক্ষণে অ[illegible] উপস্থিত আছেন) বাঙ্গালি[illegible] রেবেনিউ ও সরকুটের কমিসনর হইবেন।

[illegible] সাহেব ঢাকা বিভাগে রেবেনিউ ও সরকুটের কমিসনর হইবেন।

সি. এইচ কেম্পবেল সাহেব ত্রিপুরার সিবিল ও সেসিয়ান জজ হইবেন, কিন্তু এক্ষণে যে [illegible] কর্ম্মে নিযুক্ত হইয়াছেন আপাততঃ তাহাতেই থাকিতে হইবে।

[illegible] এফ. লাটোচ সাহেব বাঁকুড়ার প্রথম [illegible] শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন কিন্তু [illegible] দিন অন্য হুকুম না হয় পাটনার কলেক্টর প্রতিনিধি থাকিবেন।

ডবলিউ, জি. [illegible] সাহেব চট্টগ্রাম বিভাগে রেবেনিউ ও সরকুটের কমিসনরের প্রতিনিধি হইবেন।

এ. আর. টমসন সাহেব কিছু কালের জন্য নবদ্বীপে সিবিল ও সেসিয়ান জজের প্রতিনিধি হইবেন।

৬ই মে—সাহাবাদের প্রতিনিধি সিবিল ও সেসিয়ান জজ এফ. টকর সাহেব ঐ প্রদেশে সিবিল ও সেসিয়ান জজ হইবেন।

[illegible] জিলার প্রতিনিধি সিবিল [illegible] জজ [illegible] এস পিয়ারসন সাহেব ঐ প্রদেশে [illegible] সেসিয়ান জজ হইবেন।

এফ. এ. [illegible] সাহেব (যিনি [illegible] অনুমতি পাইয়া অনুপস্থিত আছেন) [illegible] ও সেসিয়ান জজ হইবেন।

[illegible] মাজিষ্ট্রেট [illegible] কালেক্টর এ. [illegible] সাহেব প্রথম শ্রেণির মাজিষ্ট্রেট [illegible] হইবেন।

ঢাকার প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর, সি. এফ. হার্বি সাহেব ঐ প্রদেশে দ্বিতীয় শ্রেণির মাজিষ্ট্রেট হইবেন।

আর, বি, চ্যাপমেন সাহেব (যিনি এক্ষণে অনুমতি পাইয়া অনুপস্থিত আছেন) বাকরগঞ্জে মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

এইচ, হাব্বি সাহেব বাকরগঞ্জের জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন কিন্তু যতদিন অন্য হুকুম না হয় ময়মনসিংহের মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধি থাকিবেন।

জে. বিমস, সাহেব দ্বিতীয় শ্রেণির জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডিপুটি কালেক্টর হইবেন।

শ্রীহট্টের মাজিষ্ট্রেট ও কালেক্টর, এস. এইচ. টেলর সাহেব প্রথম শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন

ফরিদপুরের প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর এস. আর, টটেনহাম সাহেব ঐ প্রদেশে দ্বিতীয় শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

এফ, আর, ককরেল সাহেব (যিনি এক্ষণে অনুমতি পাইয়া অনুপস্থিত আছেন) বেহারের মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

এ, টি, [illegible] সাহেব মুরশিদাবাদের জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন কিন্তু যতদিন অন্যহুকুম না হয় ঐ প্রদেশে মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধি থাকিবেন

সি, বি, গারেট সাহেব দ্বিতীয় শ্রেণির জাইণ্টমাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

ডবলিউ, এইচ, টেবেনো সাহেব পালিখার লবণের গোলার অধ্যক্ষ হইবেন।

৩রা মে—ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর ই, ষ্টুয়ার্ট সাহেব দার্জিলিঙ বিভাগের ভারপ্রাপ্ত হইয়া সাহায্যে মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

৭ই মে—পি, এ, হ[illegible] সাহেব বিদায়কালের জন্য শ্রীহট্টের প্রতিনিধি জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

ডাক্তর এ. জেমিং মুরশিদাবাদের প্রতিনিধি সিবিল সর্জ্জন হইবেন

ডাক্তর এম, এচ. মাকরষ্টীন বাকেরগঞ্জের প্রতিনিধি সিবিল সর্জ্জন হইবেন

নিম্নলিখিত মুন্সেফেরা, ফৌজদারি আইনের ২২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণির সহকারী মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।—

বাবু অক্ষীনাথ বড়ুয়া, মঙ্গল দিহি, মুক্তর শ্রীগোবিন্দ বিশ্বাস, বরপেটা, কামরূপ।

সাতক্ষীরার মুন্সেফ বাবু মহেন্দ্রনাথ মিত্র ১৮৫৯ অব্দের ১০ আইনের ২৫০ ধারানুসারে ২৪ পরগণার ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইবেন।

প্রেরিত।

মান্যবর [illegible] সোমপ্রকাশসম্পাদক মহাশয়েষু।

[illegible] বিষয় মুনসেফ।

মহাশয়! "[illegible]" [illegible]

নিয়ম প্রচলিত হওয়াতে আমরা এরূপ অনুমান করিয়াছিলাম তদ্বারা সমুদায় লোকের চরিত্র শোধন হইবেক কিন্তু সে আশা কতদূর পর্য্যন্ত ফলবতী হইবেক স্থির করিতে পারিতেছি না। বলিতেছি কি যাঁহারা শান্তি রক্ষার্থ পুলিসের কার্য্যে নিযুক্ত আছেন তাঁহারাই যখন সর্ব্বাগ্রে অত্যাচার আরম্ভ করিলেন, তখন যাহারা ইতর লোক তাহাদের প্রকৃতি যে শুদ্ধ হইবে উচিবেক তার আর সম্ভাবনা কি? এতদ্দেশের অন্তঃপাতি নবিগঞ্জের থানার এক জন নাজাজাতীয় দারোগা (যিনি বারবার দ্বিতীয় শ্রেণীস্থ হইবার প্রার্থনা করেন) মহাশয় একদা একটি উপায়হীন গোয়ালাকে নবনীত ও দুগ্ধ দেয় নাই বলিয়া স্বীয় পদদ্বয় হইতে চর্ম্ম পাদুকা উন্মোচন করিয়া আপনার অধীনস্থ এক জন বরকন্দাজকে হুকুম দেন "শালাকে জুতা পিটে দাও" বরকন্দাজ অমনি ধরিয়া [illegible], সেই নিরাশ্রয় হতভাগা গোয়ালাকে [illegible] প্রহার করে, গোয়ালা তৎকালে [illegible] না করিয়া চলিয়া যায়, এক্ষণে সে ফৌজদারিতে দারোগার নামে অভিযোগ করিয়াছে। এই দারোগাটি কি সাহসী পুরুষ, এই অত্যাচারটি তিনি কোন নির্জ্জন স্থানে করেন নাই, প্রকাশ্য স্থলে এবং সর্ব্বজন সমক্ষেই করিয়াছেন। তৎকালে একজন রেবিনিউ [illegible] (পাটওয়ারি) ও আর আর অনেক ভদ্র লোক তথায় উপস্থিত ছিলেন। গোয়ালা কয়েক জন সামান্য লোককে সাক্ষী মানিয়া আপন নালিস প্রমাণ করে, কিন্তু [illegible] লোকে বিচারকর্ত্তা [illegible] সম্পূর্ণ বিশ্বাস করেন নাই। অনন্তর, গোয়ালা [illegible] ও পাটওয়ারি প্রভৃতি কয়েক [illegible] সাক্ষি মানিয়াছে [illegible] কৈফিয়ৎ ও আপন [illegible] হইয়াছে। [illegible] সাক্ষ্য গৃহীত হইলে পর [illegible] থাক, ঘটে, পশ্চাৎ লিখিব। আপাততঃ

সম্পাদক মহাশয়! আপনি জানিয়া থাকিবেন সেকালে হরচন্দ্র নামক এক ব্যক্তি ছিলেন। তাঁহার রাজত্বকালে [illegible] ও [illegible] কে নিবাস করিয়া রাখবার [illegible] একজনের [illegible] ও কালেক্টার [illegible] হরচন্দ্র রাজার [illegible] উদয় হইয়াছে। আ[illegible] এক গোকণ্ঠি অকাশসন্ধান কালেক্টর ও মাজিষ্ট্রেট [illegible] [illegible] সময়ে [illegible] করেন নাই, [illegible] কয়েক জন [illegible] হইয়া [illegible] কার [illegible] প্রাদুর্ভাব [illegible]

...বাসি দণ্ড করিয়া থাকি আদালতের [illegible] ন কখন রজনী ৮ কখন বা ৯ ঘণ্টা পর্য্যন্ত ১০। ১১ ঘটিকা পর্য্যন্ত বিচার কার্য্য করেন। তজ্জন্য [illegible] উকীল ও মোক্তার গণের ক্লেশ দেখিলে হৃদয় বিদীর্ণ হয়। হতভাগ্য দল ঘটিকার সময়ে কাছারি প্রবেশ করিয়া রজনী দশ একাদশ ঘটিকা পর্য্যন্ত থাকিয়া ক্ষুধায় তৃষ্ণায় কাতর হইয়া পড়ে। যদি সাহেব মহাশয় দিবসে নিয়মিত সময়ে [illegible] কার্য্য করিয়া রজনীতে আমলা গণকে ছাড়িয়া দিতে থাকেন তাহা হইলে আমাদের এ দুঃখ হয় না। যদিও আমলাগণ উক্তপ্রকার [illegible] বটে কিন্তু তাহাতে তাদৃশ দুঃখ ন [illegible] কারণ আছে। অনুখের শেষ চাকরি কর[illegible] [illegible] তাঁহারা চাপর হইয়াছেন। [illegible]

শ্রীহট্ট।

[illegible] ব্যবহারাজিবেদ্য জনস্য।

—•—

[illegible] শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক।

মহাশয় সমীপেষু।

মেদিনীপুর নগরের দক্ষিণ ও পশ্চিমে [illegible] আছে। সম্প্রতি উৎপাত বাঁধের [illegible] হইয়াছে। গত শুক্রবার সন্ধ্যার সময় [illegible] আমিনী কাছারির ডিক্রীজারির মু[illegible] শ্রীযুক্ত কীর্ত্তিরাম [illegible] মহাশয় স্বীয় [illegible] হইতে বহির্গত হইয়া [illegible] [illegible] বলেন। ইঞ্জিনিয়র [illegible] [illegible] [illegible]

[illegible] কুলিদিগের দ্বারা [illegible] বাঁধ [illegible] দায়িত্ব। কিন্তু [illegible]

[illegible] প্রায় সকল ডিপার্টমেন্টের [illegible] করিতেছেন কিন্তু পবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট [illegible] উদাসীন কেন। [illegible] বড় বিশৃঙ্খলার নিদান। [illegible] এই মেদিনীপুর ডিবিজ-নের এক্জিকিউটিব ইঞ্জিনিয়ার সাহেবের অধী-নে কলকাতা রোড ও মেদিনীপুর জমিদারী বাঁধে কতকগুলি বাঁধ আছে। এই দুইটি জমিদারীতে প্রায় ২১ কি ২২ জন সরওয়র ও ওবরসীয়র কার্য্য করিয়া থাকেন। উঁহাদের বেতনে প্রায় ৬৩০ টাকা প্রতি মাসে ব্যয়িত হয়। এটাকা গবর্ণমেণ্ট খাজনাগার হইতে প্রদান করেন না। জমিদারদিগের নিকট পুলবন্দীর খরচ হইতে আদায় হইয়া থাকে। পরিতাপের বিষয় এই জমিদার গণের যে পরিমাণে ব্যয়, কাহা তাহার [illegible] একাংশও হয়না। স্থানীয় কর্ম্মকারকদিগের দোষে কর্ম্ম হয় না একথা বলা যাইতে পারে না। উঁহাদের কর্ম্ম [illegible] লাভ [illegible] গুঁড়া পড়ে। কর্ম্ম না হইবার কারণ এই। সরওয়রীয় কর্ম্মকারকগণ যে এষ্টিমেট প্রস্তুত করিয়াছেন এপর্য্যন্ত তাহা মঞ্জুর হয় [illegible]। এষ্টিমেট যে মাসে মঞ্জুর হইবে। বর্ষা আরম্ভ হইলেই আবার কর্ম্ম বন্ধ করিতে হয়। প্রতি বৎসরেই এই প্রকার, জমিদারগণকেও প্রতি বৎসর অকারণে ৮,০০০ হাজার টাকার দায় গ্রস্ত হইতে হয়। জমিদারগণের প্রতি বক্তব্য এই তাঁহারা কেন পবলিক ওয়ার্কের কর্ম্মচারিগণের উপর [illegible] করিতেছেন, আপনাদের কর্ম্ম আপনারা করুন। সকলে একমত [illegible] [illegible] গবর্ণমেণ্টে আবেদন করিয়া, ডিপার্টমেণ্টের হস্ত হইতে বাঁধ সকল খারিজ করিয়া লউন। উঁহাদিগকে প্রতি [illegible] টাকা ওবরসীয়রদিগের বেতন দিতে হয়, তাহা [illegible] প্রতি বৎসর [illegible] হইতে [illegible] [illegible] [illegible] কেবল টাকা থাকিলেই হইল। সকল [illegible]

১৭ই এপ্রেল

ইং ১৮৬২। [illegible]

মেদিনীপুর

[illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক।

মহাশয় সমীপেষু।

বিবিধবিনয়পূর্ব্বক: [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] বাবুর কাছে [illegible]

তাকে যথোচিত প্রহার এবং দুরবস্থো [illegible] অত্যাচার করিয়া সর্ব্বশুদ্ধ ১০৪৬।/ টাকা মূল্যের দ্রব্যাদি অপহরণ ও সর্ব্বনাশ করিয়া পলায়ন করে। সম্পাদক মহাশয়! দস্যুগণ দুঃখের বাটীতে যেরূপ অত্যাচার করিয়া গিয়াছে, তাহা শ্রবণ করিলে সহৃদয় ব্যক্তিমাত্রেরই হৃদয় বিদীর্ণ হয়। তদ্বিবরণ বাহুল্যভয়ে লিপিবদ্ধ করিলাম না। প্রত্যুষে গৃহস্বামী উক্ত থানার প্রধান [illegible] শ্রীযুত বাবু প্রাণকৃষ্ণ হাজরা মহাশয়ের নিকট সংবাদ দেওয়াতে তিনি [illegible] দারোগা বাবু অভিমান ব্যস্ত হইয়া ঘটনার স্থলে উপস্থিত হন এবং ঘটনার আলোচনায় সমস্ত বৃত্তান্ত অবগত হইয়া স্বকীয় সূক্ষ্ম বুদ্ধিশক্তি ও কৌশল সহকারে বহুবিধ অনুসন্ধান করিয়া বাঁকুড়া বর্দ্ধমান জিলাসংক্রান্ত ইন্দাস, বিষ্ণুপুর এবং [illegible] থানার এলাকা হতে প্রায় ১৭২ টাকার অপহৃত দ্রব্যসহ ১২ জন দস্যুকে ধৃত করিয়া গড়বেতা সবডিবিজনের বিচারপতি আসিষ্টাণ্ট মাজিষ্ট্রেট সাহেবের সমীপে প্রেরণ করেন। তৎপরে আসিষ্টাণ্ট মাজিষ্ট্রেটের সম্মুখে কয়েকজন অকৃত দোষ অঙ্গীকার করিলে প্রমাণ সহ উক্ত মাজিষ্ট্রেট সাহেব অপরাধী আসামি গণকে মেদিনীপুরের সেসন জজ সাহেব বাহাদুরের বিচারালয়ে সমর্পণ করিয়াছেন। কিন্তু ঘটনাধীন এই [illegible] এবং সেসন জজ আদালতে বিচার এপর্য্যন্ত স্থগিত আছে। [illegible] দারোগা বাবু এবিষয়ে অতিশয় প্রশংসাভাজন হইয়াছেন।

২৭শে এপ্রেল ১৮৬২। নিতান্তানুগত।

গড়বেতা শ্রীদ্বারকানাথ সিংহ।

—•—

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয়েষু।

মহাশয়! অদ্য আমি আপনাকে যে কয়েকটী সংবাদ দিতেছি, তন্মধ্যে দুটী সংবাদ সমধিক দুঃখের সহিত প্রকাশ করিতেছি। আমি একদা কোন যবন বাটীর একটী বালককে নয়নগোচর করিয়াছিলাম। কিন্তু তাহার আকৃতি দর্শনে মুসলমান বলিয়া প্রতীতি না হওয়াতে, পরিচয় জিজ্ঞাসা করিয়া জানিলাম, ঐ বালকটী [illegible] [illegible] উহার পিতা মাতা নাই [illegible] ছিল, তাহারা অন্নাভাবে অসহিষ্ণু হইয়া [illegible] প্রায় চারি বৎসর বয়সের সময় ঐ বালকটীকে [illegible] একজন মুসলমানের নিকট [illegible] বিক্রয় করে। এক্ষণে ঐ বালকটী

বয়স প্রায় আট বৎসর হইয়াছে। পূর্ব্বে করিম-খাঁর এবং ঐ বালকটীর পিতা মাতার বাস বস-তি পরগণায় ছিল। করিম সেই স্থানেই এই বালকটীকে ক্রয় করে। পরে প্রায় দুই বৎসর হইল বরদা পরগণার অন্তঃপাতি মুরালিয়া গ্রামে বাস করিতেছে। বালকটী করিমের বাটি-তেই আহারাদি এবং ক্রীতদাসের ন্যায় গৃহ কর্ম্মাদি সম্পন্ন করিতেছে।

চন্দ্রকোনার নিকট বর্ত্তী গ্রাম সকলে প্রায়ই প্রতিদিন সন্ধ্যার পূর্ব্বে বিলক্ষণ ঝড় বৃষ্টি হইয়া থাকে। তদ্দ্বারা লোক জনের বিলক্ষণ ক্ষতি হইতেছে। অনেকেরই বাটী ঘর পতিত হইতেছে এবং কৃষিক্ষেত্রেও বিঘ্ন ঘটিতেছে। বিগত ১৯০ বৈশাখ যে একটী দুঃখজনক ব্যাপার ঘটিয়াছিল, আমার নির্জ্জীব লেখনী তাহাই বর্ণন করিতে প্রবৃত্ত হইতেছে। কোতল-পুর পরগণার অন্তঃপাতি জামপুর গ্রামে রাম-ধন চট্টোপাধ্যায় নামক একজন সম্ভ্রান্ত লোক বাস করেন; উক্ত দিবস অপরাহ্নে তাঁহার বা-টীর পাঁচটী যুবক একত্রে তামেকাঁড়া খেলিতেছিলে-ন, তাঁহাদের নিকট একজন খানসামা তামাক সাজিতেছিল, ইত্যবসরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি আরম্ভ হইল, পরে দৈবদুর্ব্বিপাক বশতঃ তাহাদের মস্তকোপরি বজ্র নিপতিত হইয়া চারি জনের প্রাণ সংহার করিয়াছে। অবশিষ্ট দুইজন বিল-ক্ষণ আহত হইয়াছে। বোধ করি তাহারা প্রাণ দান পাইলেও পাইতে পারে।

[illegible] সর্ব্বাধুনা মুদ্রাযন্ত্র! ইনকমট্যাক্স একেও [illegible] কৌটের সম্বন্ধিও ক্লেশকর হইয়া-[illegible] আইনে আবার সাম্প্রতিক কিছু অত্যা-[illegible] লোক কিরূপে সহ্য করিতে [illegible] অদ্যও মাননীয় [illegible] মুখে শুনি-[illegible] টাকা [illegible] দিয়াছেন, [illegible] আয়ামু-[illegible] বিল করেন, [illegible] এইরূপ অনুচিত কেন বলিতে [illegible] আছেও যে টাকা [illegible] আয় কম হইলেও ঠিক [illegible] পাওনাও কমি [illegible] নাই [illegible] পারে! আমি [illegible] দুই [illegible] অন্যায় অত্যাচার হইতেছে [illegible] দুঃখিত হইলাম।

[illegible] এই [illegible] ডি এম, [illegible] শ্রীযুক্ত বাবু সতীশচন্দ্র চট্টোপাধ্যায় [illegible]

ইহার সহিত আমার বিশেষ আলাপ নাই বটে, কিন্তু কয়েক দিবস হইল ইহার সহিত এক দিন আমার সাক্ষাৎ হওয়াতে প্রায় তিন ঘণ্টা কথো-পকথন হইয়াছিল। এই সুদীর্ঘ কাল কথোপ-কথনের দ্বারা আমার বিলক্ষণ বোধ হইল সতীশ বাবু এক জন যথার্থ ন্যায় পরায়ণ সুনতুন উপযুক্ত লোক। ইনি দেশোন্নতিসাধনেও সম-ধিক যত্নশীল, তথাপি ইহার অধীনে কি জন্য এরূপ অত্যাচার হইতেছে বলিতে পারিলাম না। যাহা হউক সতীশ বাবুর এবিষয়ে মনো-যোগী হওয়া উচিত।

বীরসিংহগ্রামে শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটী অবৈতনিক বিদ্যালয় এবং সা-ধারণের উপকারার্থে একটী চিকিৎসালয় আছে বিদ্যালয়টীর অবস্থা বড় মন্দ নহে, কিন্তু চিকি-ৎসালয়টীর বর্ত্তমান অবস্থা দর্শনে সমধিক দুঃখি-ত হইলাম। ইহার এই হীনদশার কারণানুস-ন্ধানে প্রবৃত্ত হইলে কেবল বর্ত্তমান ডাক্তার বাবুর চরিত্রের প্রতিই দৃষ্টি পড়ে। পূর্ব্বে, শ্রীযুক্ত বাবু শ্যামাচরণ গুপ্ত এই স্থানে চিকিৎ-সক ছিলেন, তিনি এখানকার লোক সমাজে যে কত দূর প্রশংসা ভাজন হইয়াছিলেন। আধুনি-ক ডাক্তার বাবু অবশ্যই তাঁহার বিরাগ ভাজন হই-য়াছেন এই লেখাতেই বোধ হয় তিনি সুধারিয়া চলিবেন।

২৮এ বৈশাখ।

সন ১২৬৯ সাল। ডি এন, এম

মান্যবরেষু!

সম্পাদক মহাশয়! অদ্য একটী আশ্চর্য্য ব্যাপার [illegible] প্রবিষ্ট হইল, বর্দ্ধমান বিভাগ জেলা বাঙ্গসাহির অন্তর্গত (যাহা সম্প্রতি এই জেলা হইতে অন্তর্নিহিত হইয়াছে) [illegible] শালী পরগণার অধীন বেলডাঙ্গা গ্রামে [illegible] গোবিন্দপুর মণ্ডলাতে [illegible] পুকুর [illegible] খুঁড়িয়া [illegible] কল্পনা করি-তেছে, ইত্যবসরে অনেক প্রাচীন খোলা সমার [illegible] হইল, সম্পাদক মহাশয়! কেমন মজা কি কহব [illegible] জানিয়াছি, শনি মঙ্গল [illegible] একজন মূর্ত্তি দাগিলেই লোকসকল দেখে [illegible] অনেক সমুদয় দ্রব্য একত্রিত হইয়া [illegible] মানিকেশ্বরীপুর [illegible] বিশ্বনাথ কাঁসারি [illegible] [illegible] আছেন [illegible]

নিকট আবেদন করেন পরে সাহেব বাহাদুর অবিলম্বে সেই স্থানে উপস্থিত হইয়া দৌ-রাত্মকারি দলের মধ্যে চারি জনকে গ্রেপ্তার করে-ন, অবশিষ্ট আসামিগণ আত্মগোপন করিয়া-ছে। নারায়ণ সাহেব বাহাদুর উক্ত বন্দীচতুষ্টয়কে ছয় ছয় মাস কারাবাস দণ্ডে দণ্ডিত করিয়াছেন।

সন ১২৬৯। নিবেদক

২৪এ বৈশাখ। শ্রীঈশ্বরচন্দ্র কর

মোঃ কলারোয়া জেলা যশোহর।

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত রাজা মোহনলাল রায় করিম[illegible]

১২৬৯ বৈশাখ হইতে আশ্বিন পর্য্যন্ত [illegible]

" ভুবনমোহন দাস কালী[illegible]

১২৬৯। ১২ই বৈশাখ অবধি ১৫ই কার্ত্তিক [illegible]

" জে ওয়েলাণ্ড সাহেব খিদির[illegible]

১৮৬২।২৮ এপ্রেল হইতে ১৮৬৩ [illegible] পর্য্যন্ত

" যোগেশচন্দ্র ঘোষ কলিক[illegible]

১২৬৮ চৈত্র অবধি ৬৯ কার্ত্তিক পর্য্যন্ত

" [illegible] বন্দ্যোপাধ্যায় কলিক[illegible]

১২৬৯ আষাঢ় পর্য্যন্ত

" গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায় কলিক[illegible]

১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত

" [illegible] বসু কৃষ্ণনগ[illegible]

১২৬৮ জ্যৈষ্ঠ অবধি ৭০ বৈশাখ পর্য্যন্ত [illegible]

" নীলমণি বসাখ [illegible]

১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত

" [illegible]চরণ মুখোপাধ্যায় [illegible]

১২৬৮ চৈত্র অবধি ৬৯ ফাল্গুন পর্য্যন্ত

সৈয়দ আকবর আলি [illegible]

১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত

" রোহিণীকুমার বসু [illegible]

১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত

মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় [illegible]

১২৬৯ বৈশাখ অবধি চৈত্র পর্য্যন্ত

" ব্রজমোহন চৌধুরি [illegible]

১২৬৯ বৈশাখ অবধি চৈত্র পর্য্যন্ত

" কৈলাস [illegible] মজুমদার

১২৬৯ বৈশাখ অবধি চৈত্র পর্য্যন্ত

" [illegible] চন্দ্র শেঠ [illegible]

১২৬৮ ফাল্গুন অবধি [illegible]

[illegible]

আছে এক দিন হয়

সোমপ্রকাশ

" প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং

৪ ভাগ।
৮ সংখ্যা।

সন ১২৬৯ । ১৪ জ্যৈষ্ঠ । ইং ১৮৬২ । ২৬ মে

মাসিক মূল্য ১ টাকা।
বার্ষিক অগ্রিম ১০ টাকা।

বিজ্ঞাপন।

গ্রাহকগণের প্রতি।

বৈশাখমাস অতীত হওয়াতে অনেকের ...ত্র সোমপ্রকাশের মূল্য নিঃশেষিত হইয়া ... তাঁহাদিগকে বিনয় পূর্ব্বক জানান যাই ...তে যে তাঁহারা অনুগ্রহ পূর্ব্বক ত্বরায় ...গামি বর্ষের মূল্য পাঠাইয়া দেন। আপা- ...তঃ সংক্ষেপ বর্ষেই মূল্য পাঠাইবেন।

সোমপ্রকাশ।

১৪ জ্যৈষ্ঠ সোমবার।

পত্র প্রেরকের প্রতি।

...মনসিংহের ব্রাহ্মসমাজের অন্যত ...সভ. শ্রীযুক্ত বাবু রাধাচরণ দের পুত্রের ...তকর্ম ব্রাহ্মধর্ম্মের রীত্যনুসারে সম্পন্ন ...য়াছে, তৎসংক্রান্ত যে একটি বক্তৃতা ...আমাদিগের নিকটে প্রেরিত হইয়াছে তা অত্যন্ত বিস্তৃত বলিয়া প্রকটিত হইলনা।

... উচিত বক্তার পত্রও দীর্ঘ হইয়াছে ...ন্য। প্রকাশ করা গেল না।

... হিতার্থির পত্রে বড় হিত কথা দেখা ...গেল না।

নীলঘটিত অত্যাচার।

আমাদিগের অনুগ্রাহক মেদিনী...রের পত্রপ্রেরক নিম্ন লিখিত পত্রখানি ...ঠাইয়া দিয়াছেন

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয়েষু!

... ... আইন নের বটিকা অত্যাচার

কিছু দিন হইল মেদিনীপুরস্থ কোন পত্র প্রেরক আপনার সোমপ্রকাশে অত্রত্য জমীদার নজিরালি খাঁর নীলঘটিত অত্যাচার বিষয়ক ক্রমে ক্রমে দুইখানি পত্র লিখিয়াছিলেন। তন্মধ্যে শেষ পত্রে এইভাব প্রকাশিত হইয়াছিল যে এক্ষণে আর তত অত্যাচার হইতেছে না। বাস্তবিক আপনার পত্র প্রেরকের বাক্য বড় মিথ্যা নহে। আমরা এ পর্য্যন্ত রামনগর, আগুল, মনিবগড় প্রভৃতি গ্রামের প্রজাদিগকে অপেক্ষাকৃত নিরুপদ্রবে বাস করিতে দেখিয়াছিলাম। কিন্তু সম্প্রতি আর তাহাদের সেরূপ অবস্থা নাই। তাহাদের বিষম বিপদ উপস্থিত হইয়াছে। কয়েকদিন ক্রমাগত বৃষ্টি হওয়াতে পোক্তা নীলবীজ ছড়াইবার উত্তম সুযোগ হইয়াছে। এ সময় নীল বুনানি না হইলে বিলম্ব ব্যর্থ হয় দেখিয়া নজিরালি খাঁর কর্ম্মচারীরা প্রজাদিগের অন্ন পরিবারের জন্য ব্যস্ত সমস্ত ও হিতাহিত জ্ঞানশূন্য হইয়াছেন। তাঁহারা এক্ষণে আঁটি বাঁধিয়া প্রজাদিগের প্রতি যেরূপ অত্যাচার করিতেছেন তাহা শ্রবণ বা স্মরণ করিলে হৃদয় শোকাকুল শরীরের শোণিত উষ্ণ হইয়া উঠে। আজি ৪। ৫ দিন ঐ কর্ম্মচারীরা হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়া ... খান লাঙ্গল এবং কতক কামিয়াল লগদী সঙ্গে করিয়া ক্ষেত্রে ক্ষেত্রে ভ্রমণ করিয়াছেন। প্রথমদিন ... স্থানে যাইয়া প্রজাদের সম্মুখে ... লাঙ্গল দিতে ও নীলবীজ ছড়াইতে আদেশ দিলেন। তদনুসারে তদ্রূপ অনুষ্ঠিত হইল। প্রজারা ইতিপূর্ব্বে যে সকল ভূমিতে অন্যান্য শস্য রোপণ করিয়াছিল হইল। যে সকল প্রজা সাহস মাত্র সহায় করিয়, আপন আপন ভূমি রক্ষা করিতে আসিয়াছিল তাহারা বিলক্ষণ শাস্তি পাইল। অনেকে গুরুতর আঘাত প্রাপ্ত হইল। "হা বিধি?" আমি একটু লিখিতে ভুলিয়া গিয়াছিলাম। নীল কর্ম্মচারীরা এইরূপ অত্যাচার করিবে পূর্ব্বেই প্রজারা তাহা জানিতে পারিয়াছিল এবং অত্রত্য জয়েন্ট মাজিষ্ট্রেটের নিকট ... দরখাস্ত করিয়াছিল যে আমাদের নীলচাষ করিতে কোন ক্রমে ইচ্ছা নাই। কিন্তু শুনিতেছি নজিরালি খাঁর নীলকর্ম্মচারীরা জোর করিয়া আমাদের ভূমিতে নীল বুনানি করিবেক এবং তদুপলক্ষে দাঙ্গা হইবারও সম্ভাবনা আছে। অতএব যাহাতে আমাদের ভূমিতে নীল বুনিতে না পারে ও দাঙ্গা না হয়, আপনি তাহার উপায় বিধান করুন। সুবুদ্ধি মাজিষ্ট্রেট সাহেব তাহাতে এইরূপ হুকুম দিলেন যে আমি নীলের কিছুই করিতে পারি না, কাহাকে নীল বুনিতে বলিতেও পারি না এবং কাহাকে নিবারণ করিতেও পারি না। তবে দাঙ্গা নিবারণ জন্য পুলিসের লোক পাঠাইয়া দিতেছি। তিনি বিবাদস্থলে উপস্থিত থাকিয়া দাঙ্গা নিবারণ করিবার জন্য দারোগাকে পরওয়ানা দিলেন। দারোগা স্বয়ং তথায় যাইলেন না, ... নিতে রহিলেন)। নায়েব দারোগাকে (গোলাকে) পাঠাইয়া দিলেন দীন প্রজাদিগের সর্ব্বনাশ ও অকল্যাণ দেখিয়া আহ্লাদিত একটু ... ... বর্ত্তমান পুলিসকর্ম্মচারিদিগের মধ্যে এরূপ লোক অতি বিরল। নায়েব দারোগা ... ...

হইতে লাগিল তাহা দেখিয়াও দেখিলেন না। কিকে কাকুড় প্রভৃতির ক্ষেত্রে যখন নাশ হইয়া গেল, প্রজারা অশ্রুমুখে আপন আপন ক্ষেত্রের উপর শয়ন করিয়া পড়িল, অমনি নায়েব দারোগা আপন অনুচর দ্বারা তাহাদিগকে তফাত করিয়া দিতে লাগিলেন। এদিকে নায়েব দারোগা প্রজাদিগের বিরুদ্ধে দুই একটি মিথ্যা রিপোর্ট করিতে লাগিলেন। ফলতঃ পুলিশ যোত্তারের থাকাতে প্রজাদিগের অধিকতর সর্ব্বনাশ ও নজিরালির পৌষমাস হইয়া উঠিল। নীল কর্ম্মচারীরা পর দিন উক্ত প্রকারে জাঙ্গলে যাইয়া প্রজাদিগের সর্ব্বনাশ করিয়া আসিয়াছেন। এইরূপে এক এক দিন এক এক গ্রামে যাইয়া দ পাকাইয়া আসিতেছেন। যথাযথ নায়েব দারোগা সর্ব্বত্রই সঙ্গে সঙ্গে যাইতেছেন। নীল বামদোয়া যে কত দিনের পর কত গ্রাম ছার খার করিয়া ক্ষান্ত হইবেন তাহা এখন বলিতে পারি না।

কি চমৎকার ব্যাপার। বিচার স্থানের দুই তিন ক্রোশের মধ্যেই একজন সামান্য জমীদারের লোকে অকুতোভয়ে যৎপরোনাস্তি অত্যাচার করিতেছে। আমি তাহাদের সাহসকে অগণ্য ধন্যবাদ দিই। অত্রত্য বিচারপতিরা ও আমার অল্প সাধুবাদের আস্পদ নহেন। দুই তিন ক্রোশের ভিতরে যে সকল ভয়ানক কাণ্ড ঘটিতেছে তাঁহারা তাহার নিবারণ করিতে ও যাথার্থ্য অবগত হইতে সমর্থ হইতেছেন না। আর কিবাপেক্ষা এ ক্ষেত্রেও প্রায় এক জন নায়েব দারোগার নিকট হইতে সাক্ষিদের ও যথার্থ সংবাদ প্রাপ্তির আশা কর যাইতে পারে না। এমন স্থানে [illegible] ও ডেপুটী মাজিষ্ট্রেটের প্রেরণ [illegible] ছিল। এখন অনেক সময় [illegible] আর গিয়া তাঁহার [illegible] আমরা [illegible] বার অপেক্ষায় রহিলাম।

পাঠক বর্গ বিবেচনা করিয়া দেখুন [illegible] মাজিষ্ট্রেট সাহেব যে হুকুম দিয়াছেন তাহা কেমন যুক্তিযুক্ত হইয়াছে? তিনি কি বুঝিতে বলিলেন আমি নীলের বিবাদে কিছুই বলিতে পারি না। অত্যাচার নিবারণ করা, কি মাজিষ্ট্রেটের কর্ত্তব্যকর্ম্ম নহে? তুমিই প্রজাদিগের সর্ব্বস্ব [illegible] জন অপরের ভূমিতে জোর করিয়া [illegible] রোপণ করে তাহা কি অত্যাচার নহে? [illegible] পূর্ব্বক প্রজাদের অমতে কেহ নীল বুনিতে [illegible] নায়েব দারোগাকে এরূপ পরওয়ানা দেওয়াই উচিত ছিল। তাহা হইলে এক্ষণে নীল যশোরা যেরূপ অত্যাচার করিতেছে সেরূপ করিবার বড় পথ পাইত না অথবা সকলই করিতে সক্ষম হইত, ঐ নায়েব দারোগার উপরেই ঐ কার্য্যের ভার পড়িত।

মেদিনীপুর ১৩ই মে।

আজি কালি কেমন হইয়াছে, "অত্যাচার অত্যাচার" এই শব্দ অবিরত শ্রুতিগোচর হইতেছে। যেখানে এক পক্ষে শ্রম ও অপর পক্ষে মূলধন বিনিযোগ সম্বন্ধ, সেই খানেই অত্যাচার। নীল করেরা ত অত্যাচারকারী বলিয়া লব্ধপ্রতিষ্ঠ হইয়াছেন। চা করেরাও নীলকরদিগের অত্যাচারকারিতাজনিত কীর্ত্তির অংশগ্রাহী হইয়াছেন। হরকরার নিজ পত্রপ্রেরক বেহারের অহিফেনকৃষিব্যাপৃত ব্যক্তিদিগের প্রতি কৃত অত্যাচার বৃত্তান্ত লইয়া তুমুলকাণ্ড করিয়া তুলিয়াছেন; আমাদিগের নূতন লেপ্টেনেন্ট গবর্ণর গ্রীডন সাহেব উহার অনুসন্ধান ও নিবারণ চেষ্টাদ্বারা নূতন লব্ধ নিজ পদের গৌরব বর্দ্ধনে উদ্যত হইয়াছেন। আমাদিগের পত্র প্রেরকেরাও নিশ্চিন্ত নহেন। কোন স্থানে কে কি অত্যাচার করিতেছে, সতত তাহার অনুসন্ধান করিয়া প্রকাশ করিয়া দিতেছেন।

এক্ষণে এই প্রশ্ন উপস্থিত হইতেছে এখন রাজপুরুষদিগকে অত্যাচার নিবারণ বিষয়ে অধিক যত্নশীল দেখা যাইতেছে, কোথায় উহার নিবারণ হইবে, তাহা না হইয়া দিন দিন উহার বৃদ্ধি হইতে লাগিল। ইহার কারণ কি? এখনকার লোক কি অত্যাচারকারী হইয়াছে? অথবা আমাদিগের [illegible] হইতেছে, তাহাদিগের অনুভবশালিতা শক্তি অধিকতর বর্দ্ধিত হইয়াছে? পূর্ব্বে অত্যাচারকারী ছিল না, এখনকার লোকেরাই অত্যাচারকারী হইয়াছে, এ উক্তি অকিঞ্চিৎকর বাক্য। কালভেদে অনুভবশালিতার তারতম্য হইয়াছে, এ কথাও শ্রোতব্য নহে। তবে যে এখন অন্যকৃত অত্যাচার বার্ত্তা অহরহঃ আমাদিগের শ্রুতি মূলের উদ্বেগ জন্মাইতেছে, তাহার একটী বিশিষ্ট কারণ উপস্থিত লক্ষিত হইতেছে। পূর্ব্বে দুর্ব্বলেরা মনে করিত প্রবলদিগের অত্যাচার সহ্য করিবার নিমিত্তই তাহাদিগের জন্ম লাভ হইয়াছে। সুতরাং তাহারা পূর্ব্বে অত্যাচারকে অত্যাচার বলিয়া জ্ঞান করিত না, যাহারা মনের তাহা বুঝিতে পারিত, তাহারাও ভয়ে তাহা ব্যক্ত করিতে পারিত না। এখন আর অত্যাচার সহনশীল ব্যক্তিদিগের সে অবস্থা নাই। এখন অত্যাচারকে অত্যাচার বলিয়া তাহাদিগের জ্ঞান জন্মিয়াছে এবং সেই অত্যাচার বার্ত্তা প্রচার করিয়া দিবারও আর তাদৃশ বাধা নাই। তন্নিবন্ধনই "অত্যাচার অত্যাচার" এই শব্দ অহরহঃ আমাদিগের শ্রুতি মূলে প্রবিষ্ট হইতেছে।

এরূপ দেখা যাইতেছে, তাহাতে কোন রূপে এরূপ বোধ হইতেছে না যে অত্যাচারস্রোত শীঘ্র রুদ্ধ হইবে। যাবৎ সেই অত্যাচার সম্যক্ রূপে নিবারিত না হইতেছে, তাবৎ দুর্ব্বলদিগের জ্ঞান চক্ষুর উন্মীলন নিষ্ফল হইতেছে সন্দেহ নাই। দুর্ব্বলদিগের এই অবস্থা দর্শন করিয়া বাইবল বর্ণিত আদমের অপেক্ষা আমাদিগের প্রতিপক্ষে অধিকতর কষ্টের [illegible]। বাইবেলে বলে, ঈশ্বর আদমকে সৃষ্টি করিয়া ইডেন নামক উদ্যানে রাখিয়া দিলেন এবং ঐ উদ্যান মধ্যস্থিত জ্ঞান নামক বৃক্ষের ফল ভক্ষণ করিতে নি[illegible]

ং বুদ্ধের বল অবলম্বন না করিয়াছিলেন, দিন সহায়ুখী ছিলেন, যখন আর রক্ষা করিতে পারিলেন, তখনই বিপাকে পড়িন, শোক মোহাদি আসিয়া তাঁহাকে আক্রমণ করিল, তিনি স্বর্গসদৃশ হইয়েন উন্নত হইতে ভ্রষ্ট হইলেন। দুর্বল কলকদির এখন স্থানভ্রংশ অবশিষ্ট আছে। ইটী হইলেই সর্বাঙ্গ পূর্ণ হয়।

অত্রত্য গবর্ণমেন্টের রাজস্ব
ঘটিত অবস্থার শ্রীবৃদ্ধি

আমাদিগের বর্ত্তমান রাজস্ববিৎ কর্ম সমরেখা লেঙ সাহেব রাজস্ব সংক্রান্ত প্রধানতম কার্য্য কারকের পদে অভিষিক্ত হইয়া অবাধে না হউক দুই বৎসর কার্য্য করিলেন। তাঁহার পুনর্ব্বার সময় উপস্থিত হইল। তিনি অতীত হইয়াছেন, তত্রত্য করিলেন এখন তত্রত্য গণনা করা আবশ্যক হইতেছে না। তিনি যে কৃতকার্য্য হইয়াছেন, তদ্বিষয়ে বিসম্বাদ নাই। বিদ্রোহের পূর্ব্ব অবধি অত্রত্য গবর্ণমেন্ট আয়ের অল্পতা ও ব্যয়ের আধিক্য নিবন্ধন কষ্ট পাইতেছিলেন. লেঙ সাহেবের যত্নে সে দুরীভূত হইয়াছে। তিনি আমাদিগকে উন্নত অর্থ দেখাইয়াছেন। তিনি ৬২।৬৩ অব্দের আয় ব্যয় হিসাব মধ্যে ... সংক্রান্ত যে আয় অনুমান করিয়াছেন, খাড়ে অতিরেকের অনিষ্ট হইবে ... টাকা অনেক কমিয়া যাইবে সন্দেহ নাই. তথাপি গবর্ণমেন্টকে পুনরায় পূর্ব্বের ন্যায় অর্থকৃচ্ছ্রে পতিত হইতে হইবে না, তাহা সুস্পষ্ট বোধগম্য হইতেছে।

লেঙ সাহেব অর্থ কৃচ্ছ্র দূর করিবার ... উপায় অবলম্বন করিয়াছেন। আমরা এতদিন সকল বিষয়েই অত্রত্য গবর্ণমেন্টের অরাজী কাণ্ড দেখিতেছিলাম। কোন বিষয়েই শৃঙ্খলা ছিল না। শৃঙ্খলা না থাকায় অর্থ ও আয় ঠিক সঙ্কলন হইবার সম্ভাবনা নাই। লেঙ সাহেব ক্রমে যাবতীয় ডিপার্টমেন্টের যাবতীয় কার্য্য শৃঙ্খলাবদ্ধ করিতে উদ্যত হইয়াছেন। অন্য অন্য ডিপার্টমেন্ট অপেক্ষা বহুকালাবধি মিলিটারি ডিপার্টমেন্টে অধিকতর বিশৃঙ্খলা ছিল। উহার বিশৃঙ্খলা নিবন্ধন অধিকতর অনিষ্টও ঘটিতেছিল। লেঙ সাহেব উহার সংশোধন বিষয়ে মনোনিবেশ করিয়াছেন। ১৩ই মের গবর্ণমেন্টের প্রতিজ্ঞা এতদ্বিষয়ে সাক্ষ্যদান করিতেছে।

এতদিন সিবিল সর্বান্টেরাই এই ডিপার্টমেন্টটী গ্রাস করিয়া রাখিয়াছিলেন। তাঁহাদিগের একচেটিয়া ছিল বলিয়া ইহার কাজও সুন্দররূপে সম্পন্ন হইতেছিল না। লেঙ সাহেব এই দোষের সংশোধনার্থ এই ডিপার্টমেন্টের কর্মচারিদিগের শ্রেণি বিভাগ করিয়াছেন। উক্ত শ্রেণীস্থ সহকারি কর্মচারিদিগের ১৫০০ অবধি ২০০০ এবং নীচ শ্রেণীস্থদিগের ৪০০ অবধি ৭০০ টাকা পর্য্যন্ত বেতন হইবে। লেঙ সাহেব আর একটী মহোপকারক কার্য্য করিয়াছেন। ঐ ডিপার্টমেন্টের নিমিত্ত কতকগুলি কর্মচারি প্রস্তুত করিবার উপায় করা হইয়াছে। শিক্ষার্থিদিগের ২৫০ টাকা পর্য্যন্ত বেতন হইবে। প্রস্তাবিত ডিপার্টমেন্টে কর্মচারি নিয়োগ কালে চিহ্নিত ও অচিহ্নিত এবং জাতি, ধর্ম ও বর্ণ ভেদ বিচার থাকিবে না। যদি কার্য্যকালে বাস্তবিক ইহার অনুসরণ করা হয়, তাহা একটী অনল্প উপকারক। এতদ্দেশীয়দিগকে যদি সুশিক্ষিত করিয়া লওয়া হয় গবর্ণমেন্ট স্বল্পব্যয়ে কার্য্য সাধনে সমর্থ হইবেন। এতদ্দেশীয়েরাও উৎসাহ ... হইয়া আপনাদিগের বুদ্ধিবৃত্তির ও ক্ষমতার পরিচয় দানে যত্নবান হইবেন। এতদ্দেশীয়দিগকে সুশিক্ষিত করিয়া কর্ম দিবার প্রথা যদি যাবতীয় ডিপার্টমেন্টে প্রবর্ত্তিত হয় কেবল যে ব্যয় সংক্ষেপ হইয়া অর্থের সঙ্কুলন হইবে এরূপ নহে, গবর্ণমেন্টও এতদ্দেশীয়দিগের দৃঢ়তর অনুরাগভাজন হইবেন।

বিদ্রোহের পর বর্ত্তমান বাং... বিধান প্রস্তাব লইয়া ... হয়, তৎকালে লার্ড ক্যানিং এই উপায় অবলম্বন করিবারই অনুরোধ করিয়াছিলেন। সর চারলস ট্রিবিলিয় নেরও ইহা একান্ত অনুমোদিত। উইলসন সাহেব দুরাগ্রহগ্রস্ত না হইয়া যদি এই উপায় অবলম্বন করিতেন, ইনকম টাক্স প্রবর্ত্তিত করিয়া লোককে অসুখিত করিবার প্রয়োজন হইত না।

১৮৫৯ অব্দের ১০ আইন।

ভারতবর্ষীয় সভা উক্ত আইনের সংশোধন প্রসঙ্গ লইয়া আপনাদিগের অভিপ্রেত সংশোধন প্রস্তাব করিয়া ব্যবস্থাপক সভায় যে আবেদন পত্র প্রদান করেন, কয়েক সপ্তাহ হইল, তাহার একখণ্ড আমাদিগের সম্মুখে পতিত রহিয়াছে। আমাদিগেরও এ বিষয়ে কিছু বলিবার ইচ্ছা ও প্রতিজ্ঞা আছে। সভা উল্লিখিত আইনের সংশোধন প্রস্তাব গ্রহণ করেন, তাঁহারা এ দেশের ... দূর করিবার কাজ করিয়া বিজ্ঞাপন করিয়াছেন। তাঁহাদিগের কৃত পরিবর্ত্ত এবং ভারতবর্ষীয় সভার পরিবর্ত্ত প্রস্তাব নির্দোষ ও যুক্তি সঙ্গত হইয়াছে কি না, তদ্বিষয় বিবেচিত হইতেছে।

১৮৫৯ অব্দের ১০ আইন বিধিবদ্ধ হইবার পূর্ব্বে যাঁহারা প্রজার প্রতি জমীদারদিগের বৈর ব্যবহার দর্শন করিয়াছিলেন এবং ঐ আইন বিধিবদ্ধ হইলে পর জমীদার ও প্রজা উভয়ের সম্বন্ধ দর্শন করিয়াছেন, তাঁহাদিগের চিত্ত উহার পরিবর্ত্ত সম্বাদ শ্রবণ করিয়া চমকিত হইয়া উঠিবে সন্দেহ নাই। উহা দ্বারা কেবল প্রজাদিগের স্বত্ব ও অধিকার নির্দিষ্ট হইয়াছে এরূপ নহে, জমীদারদিগের ... বহুদংশে সুবিধা ও দুর্নীতি নিবারণ হইয়াছে। ... পূর্ব্বে নিধ... ও ... প্র

…পীড়ক ছিল। [illegible] তাঁহার না[illegible]ের অথবা [illegible] কোন প্রজার প্রতি কেন কারণ[illegible] হইলে সেই প্রজাকে জব্দ [illegible] অভিপ্রায়ে বাকী খাজনা[illegible] অ[illegible] ছল করিয়া মিথ্যা পকম ও [illegible]গুম করিয়া তাহাকে এককালে উৎসন্ন করিতেন। তদ্ভিন্ন প্রজাকে ধরিয়া আনিয়া চুণের গুদামে রুদ্ধকরা এবং লৌহকীলাবৃত উপানৎ প্রহারাদিও অসচরাচর ছিল না। ১০ আইন হইয়া অবধি তাঁহাদিগের হস্ত রুদ্ধ হইয়াছে। পক্ষান্তরে যে সকল প্রজা দুষ্টতা করিয়া কর না দেয়, তাহাদিগেরও শাসনের সদুপায় হইয়াছে। বাকী খাজনার যথারীতি নালিশ হইলে এবং যথাবিধি প্রমাণ প্রয়োগ প্রদর্শিত হইলে দুষ্টের আর অব্যাহতি পাইবার যো থাকে না।

মার্শমন, কর্ণিসাহেব প্রভৃতি উল্লিখিত আইনস্থিতির মূলকারণ। বহুকালাবধি তাঁহারা বহুতরপ্রয়াস পাইয়া কৃতকার্য্য হইয়াছেন। ইহার সংগ্রহার্থ অনেক অনুসন্ধানকষ্ট ও অনেক পরিশ্রম হইয়াছিল, তাহাতেই ইহা সর্ব্বোৎকৃষ্ট হয়। কিন্তু নীল ও জমীদারদিগের দুশ্চেষ্টা ইহাকে পুনরায় মলিন করিবার তুলিতেছে। প্রজাদিগের বহুকালের আশালতা পুনঃ হইতে বঞ্চিত হইবার উপক্রম হইয়াছে। জমীদারেরাও অত্যাচার করিবার পুনরায় পথ পাইতেছেন।

সংশোধিত আইন দ্বারা নির্দ্দিষ্ট হইয়াছে, জমীদারেরা কর না লইলে প্রজারা কালেক্টরিতে কর জমা করিয়া দিবে। স্বেচ্ছাপূর্ব্বক কর না দিলে প্রজাদিগের শতকরা ২৫ টাকার হিসাবে অর্থ দণ্ড হইবে। জমীদারেরা যদি প্রজাদিগকে জব্দ করিবার অভিপ্রায়ে কর না লন, তাহা হইলে তাঁহাদিগকে ক্ষতিপূরণ করিয়া দিতে হইবে এবং তদ্বিষয়ে দোষ লক্ষিত হইতেছে না। বরং ইহা প্রশংসনীয় হইয়াছে। আমরা বহুদি[illegible]ন অবধি এবম্বিধ [illegible]মের জন্যে অনুরোধ করিয়া আ[illegible]ছি। কিন্তু দুটি নিয়ম অত্যন্ত অনি[illegible] হইয়া উঠিয়াছে। প্রথম, জমীদারেরা করগ্রহণ না করিলে প্রজাদিগকে যদি কালেক্টরিতে কর দাখিল করিতে হয় তাহাদিগকে ইষ্টাম্পে আবেদন করিতে হইবে, জমীদারেরা সেক্ষতি পূরণ করিয়া দিবেন না। দ্বিতীয়, জমীদারেরা আপন ইচ্ছামত নিজ নিজ ভূমি জরিপ করিতে পারিবেন। প্রজারা জরিপের সময়ে উপস্থিত থাকে ভাল, নচেৎ তাহাদিগের অনুপস্থিতিকালে জরিপ হইবে। তদনুসারে কর ধার্য্য হইবে। এই নিয়মটী বহুবিধ অনর্থের প্রসূতি হইবে সন্দেহ নাই। জমীদারদিগের ইচ্ছাই বলবতী হইবে। তাঁহাদিগের ইচ্ছানুসারে কর ধার্য্য হইবে, প্রজারা প্রতিবাদ করিয়া কিছুই করিতে পারিবে না। প্রজারা যদি জরিপের সময়ে উপস্থিত না হয়, তথাপি জরিপ হইবে এ নিয়ম করিতে হইতেছে কেন? প্রজাদিগের দুষ্টতাই তাহাদিগের অনুপস্থিতির কারণ এইটী না বুঝিয়া সেকন্দরীগঞ্জ, শ্যামচাঁদ ও লৌহকীলাবৃত উপানৎ এই গুলিকেই কারণ বলিয়া গণনা করিলে ব্যবস্থাপকদিগের বহুদর্শিতা প্রদর্শিত হইত সন্দেহ নাই। ব্যবস্থাপক সভা আগামি সেশিয়নে এই অনিষ্টকর ধারাটির পরিবর্ত্ত করেন, ইহা আমাদিগের একান্ত প্রার্থনীয় হইয়াছে। অনিষ্ট ঘটিলে তন্নিবারণ চেষ্টা অপেক্ষা যাহাতে তাহা ঘটিতে না পারে সেই চেষ্টাকরা সহস্রগুণে শ্রেয়স্কর।

এস্থলে আমাদিগের আর একটী বক্তব্য আছে। নীলকরেরা এবং তাঁহাদিগের [illegible] সম্পাদকেরা চেষ্টা পাইয়াছিলেন [illegible] না দিলে প্রজাদিগের জমা বাজেয়াপ্ত হইবে। কিন্তু ব্যবস্থাপক সভা তাহাতে [illegible] নাই। তাঁহারা স্থির করিয়াছেন [illegible] টাকা লওয়া হইবে। প্রজারা যদি কিস্তি কিস্তিতে না দেয় এ[illegible] তাহাদিগের অন্য অন্য সম্পত্তি বিক্রয় [illegible]বে। আবশ্যক অর্থ সংগৃহীত না হয়, [illegible] যে জমা বিক্রয় হইবে[illegible]কথে, এক[illegible] এইরূপ কতক গুলি লে[illegible]সিয়া ভূমি[illegible]ছেন, তাঁহারা প্রজাদিগের ভূম্যাধিপ[illegible]প করিয়া তাহাদিগকে কৈবর্ত্তিম[illegible] বাঁ করিবার চেষ্টায় আছেন। ব্যবস্থাপক সভা যে তাঁহাদিগের বাক্য অগ্রাহ্য ক[illegible]য়াছেন, ইহা কেবল তাঁহাদিগের গৌর[illegible] নয়, ভারতবর্ষের ও সৌভাগ্যের বি[illegible] বলিতে হইবে। অধিক কি যে দিন প্রজারা ভূমির স্বত্ব হইতে বঞ্চিত হইয়া দৈ[illegible]ক শ্রমজীবী হইবে, সেই দিনই দিশ[illegible] জানিবে ভারতবর্ষের শেষ হইল।

জমীদারেরা যদি দুষ্টতা করিয়া [illegible] গ্রহণ না করেন, প্রজারা কর কালেক্ট[illegible]তে জমা করিয়া দিবে। এই নিয়মটী [illegible] বিশিষ্ট উপকার দর্শিবার সম্ভাবনা [illegible]ছে। যদি কালেক্টর ও ডেপুটিকালেক্টরে[illegible] অকপট চিত্তে নিজ নিজ কর্ত্তব্য [illegible] করেন, এবং নীলকরেরা অসঙ্গত [illegible] লইবার আশা ত্যাগ করেন, তাহা হইলে নীল সংক্রান্ত বিবাদের শেষ হইবার স[illegible] সম্ভাবনা।

ক্রমে ক্রমে প্রস্তাবটী দীর্ঘ হই[illegible] উঠিল, ভারতবর্ষীয় সভা ১০ আইন সং[illegible]ধনের যে যে প্রস্তাব করিয়াছেন, তদ্বা[illegible] অদ্য ক্রুটি হইল বোধ হয় পাঠকগণ [illegible] বারে দেখিতে পাইবেন।

বঙ্গীয় বিশাখা মন্ত্রাবলী।

আমরা এই নামের একখানি ক্ষুদ্র [illegible]স্তক প্রাপ্ত হইয়াছি: ইহা আমাদি[illegible] হৃদয়ে অকৃত্রিম কৌতুক জন্মাইয়া দিতে[illegible] ইহাতে সাপের ভূতের ও ডাইনের [illegible] প্রভৃতি অনেক গুলি মন্ত্র আছে। [illegible] গুলির যেমন ছন্দ, তেমনি রচনা, তে[illegible] ভাব ও তেমনি [illegible] বোধ [illegible]

াই। এ গুলি অজ্ঞাতপরে পতিত হইলে মীনমুখ ব্যক্তিরও কতপর কি ... কন করিয়া থেত কিরূপ বিস্মিত করে। ...এই মন্ত্র গুলি সংগ্রহ করিয়া মুদ্রিত প্রচারিত করিয়াছেন, গ্রন্থ মধ্যে তাঁহা নাম নাই, কি উদ্দেশে ইহা প্রচারিত ...য়াছে, তাহাও স্পষ্টাক্ষরে নির্দেশিত নাই। এই মন্ত্র গুলি বিলুপ্ত হইয়া যাইতে ..., ইহার উদ্ধার করিলে জগতের মহান্ উপকার সাধিত হইবে, এ বিবেচনা করি প্রচারয়িতা যত্ন ও পরিশ্রম স্বীকার পূর্ব্বক ঐ পুস্তক খানি মুদ্রিত করিয়াছেন ...। কোন ক্রমেই সম্ভাবিত বোধ হইতে ... না। যাহারা লেখা পড়ার চর্চা করেন, ...হাদিগের মধ্যে আজিও এরূপ নির্ব্বোধ ...য়াছেন, আমাদিগের এমন বিশ্বাস নাই। ...দেশীয়েরা আজিও উল্লিখিত নির্ব্বুদ্ধিকৃত মন্ত্রে শ্রদ্ধা করেন, এই বলিয়া উ...হাস করা অথবা ইহাঁদিগের এই নির্ব্বুদ্ধিতা দর্শন করিয়া ক্ষেত করা, প্রচারয়িতার উদ্দেশ্য হইতে পারে। যে উদ্দেশ্য ...উক, উল্লিখিত মন্ত্রে বিশ্বাস থাকাতে এ...দেশীয়দিগের বহুগুণ অনিষ্ট ঘটিতেছে। ...উল্লিখিত মন্ত্রে বিশ্বাস থাকাতে এদেশীয়...দিগের বুদ্ধি তীক্ষ্ণতাবর্জ্জিত হইয়া হীন...দশা প্রাপ্ত হইতেছে এই মাত্র অপকার নয় ...চরাচর দেখিতে পাওয়া যায়, কেহ দু...শ্চিকিৎস্য রোগগ্রস্ত হইলে উল্লিখিত মন্ত্র ...পরিবারেরা রোগীকে ভূতাবিষ্ট অথবা ...ডাইনদষ্ট বিবেচনা করিয়া ঔষধাদি সে...বন প্রযত্ন পরিত্যাগপূর্ব্বক রোজা ডাকা...ইয়া বাড়াইতে আরম্ভ করেন। রোগী ...অচিরকালমধ্যে কেবল রোগের নয় যমদূত ...রোজারও হস্ত হইতে মুক্তি লাভ করে। ...শীঘ্র মুক্তিলাভ করিবার বিশিষ্ট কার...ও আছে। এক, রোগের চিকিৎসা হই...ন না। দ্বিতীয়, ক্রমশঃ রোজাদিগের ...নিদারুণ আঘাত।

বিদেশীয় পাঠকগণ হয় ত মনে করি...

...এদেশের কি সুবুদ্ধি, কি নির্ব্বুদ্ধি, কি সুশিক্ষিত, কি অশিক্ষিত সকলে ...ত মন্ত্রে শ্রদ্ধা করিয়া থাকে ...। বাস্তবিক তাহা নহে। সুশিক্ষিত দি...গের কথাই ত নাই, বুদ্ধিমান্ লোকেরাও ঐ সকল মন্ত্রে প্রত্যয় করেন না। কিন্তু কি সুশিক্ষিত, কি বুদ্ধিমান প্রায় কেহই সম্পূর্ণ রূপে পীড়া কালে স্বগৃহে উক্ত মন্ত্র প্রবেশ নিষেধ করিতে পারেন না। অজ্ঞ ও নির্ব্বোধদিগেরই উল্লিখিত মন্ত্রে দৃঢ়তর বিশ্বাস আছে। সুশিক্ষিত দিগের গৃহেও সেই নির্ব্বোধ ও মূর্খ লোকের অপ্রতুল নাই। এদেশের স্ত্রীলোকেরা অবজ্ঞেনাব ছেদে প্রায় মূর্খ, তদ্ভিন্ন ভদ্র গৃহে অনেক অশিক্ষিত পুরুষও আছে।

আমরা যে সকল মন্ত্রের প্রসঙ্গ করি য়া অদ্য লেখনী গ্রহণ করিলাছি, তাহা সত্য হইবার সম্ভাবনা আছে কি না এক্ষণে তদ্বিষয় বিবেচিত হইতেছে। ভূতের ও ডাইনের মন্ত্রের বিষয়ে অধিক বক্তব্য নাই। ভূত ও ডাইন বলিয়া বাস্তবিক পদার্থ আছে, এ কথা প্রামাণিক লোকে স্বীকার করেন না। উহা ঐতিহ্য মাত্র। দেশ যতদিন অজ্ঞ থাকে, তত দিনই ঐ সকল কল্পিত পদার্থ বাস্তবিক আছে ব লিয়া লোকের সংস্কার থাকে। সেক্সপিয়ারের সময়ে ইংলণ্ডে ঐ সংস্কারের সবিশেষ প্রাদুর্ভাব ছিল। উপহাস করিবার উদ্দেশেই তিনি নিজ গ্রন্থে তাহার বহুল প্রসঙ্গ করিয়াছেন। এক্ষণে ইংলণ্ড হইতে সম্পূর্ণ রূপে উহার তিরোভাব হইয়াছে। বাইবলে যে ভূতের কথা আছে, বাইবল ব্যাখ্যাকর্ত্তারা তাহারও অন্য অর্থ করেন। মূল যখন অসত্য হইল, তখন ভূত ও ডাইনের আবেশমন্ত্রের সত্য হইবার সম্ভাবনা কি?

এক্ষণে সর্পমন্ত্রের সত্যাসত্যতার বিষয় বিবেচনা করা আবশ্যক। যুক্তি ধরিয়া বিবেচনা করিতে গেলে মন্ত্র কখন সত্য হইতে পারে না। স্বভাবতঃ আমাদিগের শরীর প্রভৃতি যে সমস্ত উপদ্রব ঘটিয়া থাকে তৎপ্রতিকারের ঔষধাদি রূপ নৈসর্গিক উপায় সৃষ্ট হইয়াছে। মন্ত্র ঈশ্বর সৃষ্ট নয়, মনুষ্য সৃষ্ট, অতএব ইহা কোন ক্রমে নৈসর্গিক উপায় বলিয়া অবলম্বিত হইতে পারে না। অপর, হিন্দু শাস্ত্রকারেরা সমস্ত মন্ত্রকে অপৌরুষেয় বলিয়া নির্দ্দেশ করিয়া গিয়াছেন, সর্পাদি মন্ত্র ... থ্যেও নিবিষ্ট নহে। ইহা বেদোক্ত মন্ত্র বিশেষতঃ অশুচি জাতির মন্ত্রপাঠে অধিকার নাই। কিন্তু হিন্দু শাস্ত্রানুসারে যে জাতি অস্পৃশ্য বলিয়া উপেক্ষিত হইয়া থাকে, সেই সেই চাণ্ডালাদি অন্ত্য জাতিই সর্পাদিমন্ত্রপ্রয়োক্তা।

অজ্ঞ লোকদিগের প্রবোধার্থই আম...দিগকে এত কহিতে হইল, সুবুদ্ধি ব্যক্তিরা এই সামান্য বিষয় লইয়া অধিক আড়ম্বর দেখিয়া বিরক্ত হইবেন সন্দেহ নাই, আর বাড়া বাড়িতে প্রয়োজন নাই। আমরা গুটি দুই মন্ত্র উদ্ধৃত করিয়া দিলা...ম। পাঠকগণ দেখুন, যথার্থ এই মন্ত্র সৃষ্ট হইয়াছে, ইহার তৎপ্রতীকারে সামর্থ্য আ...ছে কি না?

আমনার।

অর্থাৎ আপনাকে বাঁধন।

টাঁ, টাঁ, টাঁ। টিপ্‌লি, কা পুল নি ... কহই ক, চাহিতে বিষ নাই, নাই বিষ বিবর... আজ্ঞার নাই। সাতবার এই মন্ত্র বলিতে হয়

বিষঝাড়ের মন্ত্র।

রোজা এইমন্ত্র ৭ বার পাঠ করিয়া ঝলার করিয়া থাকে।

মা পুহুলি সকল চলি কাজল বিষ ভোজন ক... আই বিষ্‌ ঝল ঝলাবে বিন সাসকাথা করি ... পাইস করি নিকিলিয় করে, কাল কুটিল, ... পেব বিষ্‌ চতুর্দ্দিগ মুখ চাঁদ সর্পকাফুল, ... থাবে সংবলি, হর, চৌষট্টি মা পা বিষ ... দিগে মুখ মে।

হিঙ্গি জলায় ঝাড়ন।

এই মন্ত্র ১৩ বার বলিবে

বিষ ঝল যায়।

যোগল দরজী চোড়নকি, বাজানি সাং ...

ল গণ ত অঠলা গালটি কোঞা মার বিষ, চরজাতি কোন কোন বিষ মককুল, টিকাতেই র'ল 'ই, ঔজন উক্তেডিত, ঘোড়াচিঙ্কি সং গিডি সোনাটিডি, কালচিটি কুথ কিড়ি, কম কোন কোন সাপ খাইলে বিষ চুবোবে ঘো- াব কাউম, উক বিষ ঘ'র দিয়া, মার বিষ মা চোবে টিক বিষ তোম র িলেও মুখে ঘা মুখে আছে।—

এই প্রস্তাব লিখন সাঙ্গ হইলে পর এ দেশে ডাইন প্রভৃতি আছে বলিয়া বিশ্বাস াকাতে কত অনিষ্ট ঘটিতেছে, তাহে তা তই আমরা তাহার এক উদাহরণ পাইলা । ডাইন বলিয়া রূপীনামে একটি স্ত্রীলো কর প্রাণ বধ করা হইয়াছে। সদর রি পোর্ট দ্বারা জানা গেল, রূপীর প্রতিবেশী এক ব্যক্তির পীড়া হইলে কোন রূপে তা ার পীড়া শান্তি না হওয়াতে সকলে ক হিল রূপী ডাইন তাহাকে খাইয়াছে, তন্নি মিত্তই তাহার পীড়া ভাল হইতেছে না। ই কথা শুনিয়া তাহার দেবর তাহাকে এম নি নিদারুণ প্রহার করে যে সে তাহাতেই প্রাণ ত্যাগ করিয়াছে।

লেপ্টেনেন্ট গবর্ণর গ্রাণ্ট সাহেব ও নীলকর মাক অর্থর।

লক্ষ্মীপাড়া নীলকুঠীর সহকারী কার্য্য সম্পাদক জন মাক অর্থর সাহেব অথবা নীলকর সভা গত লেপ্টেনেন্ট গবর্ণর জন পিটর গ্রাণ্ট সাহেবের নামে সুপ্রিম কোর্টে যে অভিযোগ করেন, তাহাতে প্রধান বিচারপতি সর বার্ণেস পিকক সাহেব গ্রাণ্ট সাহেবের এক টাকা দণ্ড করিয়া ছেন। গত বারে এ সমাচার পাঠকগণের গোচর করা হইয়াছে।

সর মর্ডান্ট ওয়েলস সাহেব লঙ সা হেবের মকদ্দমায় যে দণ্ডাজ্ঞা দেন, তাহা মুদ্রা যন্ত্রের স্বাধীনতায় আঘাত করে, এ বারে সর বার্ণেস পিককের আজ্ঞা রাজ কর্মচারিদিগের স্বাধীনবাদিতার ব্যাঘাত করিয়াছে। পাঠকগণ অগ্রে অভিযোগ টির্ণি শ্রবণ করুন। উল্লিখিত কুঠীর অধীন প্রজাদিগের সহিত একদা কুঠীর কর্মচারিদিগের বিবাদ হয়। প্রজাগণের সহিত বিরোধকালে কুঠীর কর্মচারীরা যত ন্যায়ানুগত ও বৈধ ব্যবহার করিয়া থাকেন, তাহা আমাদিগের পাঠকগণের অবিদিত নাই। বিবাদের পর নদীয়ার কমিসনর লসিঙটন সাহেব এই রিপোর্ট করেন, তাঁহার এইরূপ বিশ্বাস জন্মিয়াছে যে উপস্থিত বিবাদে কুঠির সহকারী কর্ম চারী মাক অর্থর সাহেবের সহকারিতা আছে। পশ্চাৎ ঐ মকদ্দমা সদর আদাল তে যায়। অত্যাচার কারী বলিয়া যে যে ব্যক্তির নামে অভিযোগ হয়, সদরের জ জেরা সাক্ষিবাক্যে অনৈক্য দর্শন করিয়া তাহাদিগকে মুক্ত করিয়া দেন। গ্রাণ্ট সা হেবের অপরাধ এই, বাঙ্গাল গবর্ণমেণ্টের যে সকল কাগজ পত্র একত্র সংগৃহীত হই য়া পুস্তকাকারে মুদ্রিত হয়, লসিঙটন সা হেবের উল্লিখিত রিপোর্ট তন্মধ্যে প্রচারিত হইয়াছে। লেপ্টেনেন্ট গবর্ণর পুস্তক মুদ্রণ কালে তাহা পরিত্যাগ করেন নাই।

সুপ্রীম কোর্টের প্রধান বিচার পতি যে যুক্তি অবলম্বন করিয়া দণ্ডাজ্ঞা প্রদান করেন, তাহাও পাঠকগণের অগোচর রাখা বিধেয় হইতেছে না। তাঁহার অভিপ্রেত যুক্তি এই, রাজকর্ম চারিদিগের আপনং এলাকার মধ্যে যে সকল ঘটনা হয়, তাহা উপরি পদস্থ ব্যক্তিদিগের গোচর করি বার বিষয়ে তাঁহাদিগের অধিকার আছে। কিন্তু যাহাতে ব্যক্তিবিশেষের নিন্দা হয়, রাজ কর্মচারিদিগের বিজ্ঞাপিত তেমন বি ষয় প্রকাশ করা বিধেয় নহে। তাদৃশ বিষয় হাউস অব কমন্সের আজ্ঞানুসারে প্রকাশিত হইলেও প্রচারকারিকে দণ্ডনীয় হইতে হইবে। উপস্থিত বিষয়ে মাক অর্থরের নিন্দা সূচক বাক্য প্রকাশ করা হইয়াছে। সদরের জজদিগের মতে তাহা সপ্রমাণ হয় নাই।

লঙসাহেবের নামে অভিযোগ আর উপস্থিত অভিযোগ একটীই নিতান্ত অশ্রা ব্য। কিন্তু সুপ্রিম কোর্টের জজেরা ই আহ্য করিয়া কেবল আপনাদিগের চি দৌর্বল্যের পরিচয় দিয়াছেন এরূপ ম সুপ্রীম কোর্টের বিচার যে সময়ে সম বিড়ম্বনা মাত্র হয়, তাহারও পরিচয় দেও হইয়াছে। যদি যুক্তি ধরিয়া বিবেচনা ক যায় যে ব্যক্তি বাস্তবিক নির্দোষ, যদি কে বিদ্বেষ বশতঃ তাহার অনিষ্ট করিবার দেশে মিথ্যা অপবাদ প্রচার কর অপবাদকারী দণ্ডনীয় হয় সন্দেহ নাই আর যাহার বাস্তবিক দোষ আছে, য কেহ তাহার অপবাদ করে, তাহার দো প্রমাণ হউক বা না হউক অপবাদকারী দ নীয় হইতে পারে না। কিন্তু আইনে ই র বিপরীত বলে, বাস্তবিক দোষীর অপ বাদকারীও দোষ প্রমাণ করিয়া দিতে ন পারিলে দণ্ডনীয় হন। অন্যে অকারণ কে কের অপবাদ দেয় বলিয়াই এই আই দোষ জন্মিয়াছে। কিন্তু রাজকর্মচারি দের বিষয়ে ঠিক এইরূপ হয় না। তাঁহা রা দোষী ব্যক্তির দোষের প্রমাণগত বৈ না দর্শন করিলেও মকদ্দমার আনুপূর্বি যাবতীয় বৃত্তান্ত আলোচনা করিয়া তাঁহা দিগের যেরূপ সংস্কার জন্মে, তাঁহার তাহা প্রচার করিতে পারেন। তাঁহা দের এ অধিকার না থাকিলে আপী বিধি বিফল হইয়া যায়। জজেরা আপী লের মকদ্দমায় যদি নিম্ন পদস্থ ডেপুটি মাজিষ্ট্রেট প্রভৃতির সংস্কারের কথা প্র চার করেন, তাঁহারা কি দণ্ডনীয় হইবেন উপস্থিত স্থলে তাহাই ঘটিয়াছে। লেপ্টে নেন্ট গবর্ণর অন্যের সংস্কার বিষয়ই প্রচা করিয়া দিয়াছেন। বিশেষতঃ আইনে যে হইলেও যখন বিচারপতি বুঝিতে পারে অপবাদকারীর অভিসন্ধি দুষ্ট নয়, তখ দণ্ড করা কি ন্যায়ানুগত হয়। সর্বত্র আ নের অক্ষরার্থের অনুসরণ করা বুদ্ধি বিচারকর্তার কর্তব্য নহে। সমু দোষীর দোষ কি সপ্রমাণ হয়, বা বিক মাক অর্থর উল্লিখিত দোষে "দ

ছিলেন, এখন লোক বলিয়া আবার লোক সপ্রমাণ হইল না, কাজেই কওয়া অবস্থা বিত রহে। অপর, যাক গবর্ণর যখনি স্বীকার করিয়াছেন, উল্লিখিত অপবাদ নিবন্ধন তাঁহার কোন অনিষ্ট হয় নাই, তবে দণ্ড কেন? অনিষ্টকারিতা বিবেচনা করিয়াই দণ্ড বিধির সৃষ্টি হইয়াছে। লেপ্টেনেণ্ট গবর্ণর যদি বাস্তবিক অপরাধী হইয়া থাকেন, তাঁহার প্রতি মকদ্দমার মহুণার ব্যয় দিবার অনুজ্ঞা হইল না কেন?

শুভকরী পত্রিকা।

এই নূতন পত্রিকার একখণ্ড আমাদিগের হস্তগত হইয়াছে। আমরা পাঠ করিয়া অতিশয় পরিতুষ্ট হইলাম। বালিগ্রামের কয়েকজন বিদ্যানুরাগী ব্যক্তি ইহার প্রচারকার্য্যে প্রবৃত্ত হইয়াছেন। ইহা মাসে মাসে একবার করিয়া বাহির হইবে। ইহাতে যে কয়েকটি বিষয় যে রীতিতে লিখিত হইয়াছে, তাহা দেখিয়া স্পষ্টবোধ হইতেছে, কয়েকজন ভাল লোক এতৎসম্পাদন কার্য্যে ব্রতী হইয়াছেন। তাঁহারা যদি প্রমাদগ্রস্ত না হন, এই পত্রিকার নাম অন্বর্থ হইবে সন্দেহ নাই। ইহার স্থায়িতাবিষয়ে আমাদিগের স্বল্পমাত্রও সংশয় হইতেছে না। মাসিক চারি আনা মাত্র মূল্য নিরূপিত হইয়াছে। অল্পকাল মধ্যে গ্রাহক সংখ্যা বৃদ্ধি হইবার সম্পূর্ণ সম্ভাবনা আছে। অল্পমূল্যে উৎকৃষ্ট দ্রব্য পাইলে কোন্ ব্যক্তি গ্রহণ করিতে অভিলাষী না হইবেন? আমরা এই পত্রিকা হইতে একটি বিষয় উদ্ধৃত করিয়া দিতেছি, পাঠকগণ ইহার উৎকর্ষ ও অপকর্ষ বুঝিতে পারিবেন।

বানরের অনুচিকীর্ষা।

স্পেন দেশস্থ কোন সামান্য ব্যক্তি নানা ব্যবসায় অবলম্বন করিয়া দেখিল যে কিছুতেই উত্তম রূপে জীবিকানির্ব্বাহ হয় না। অবশেষে মুসলমানদের দেশে গিয়া টুপি বিক্রয় করিবে এই স্থির করিল। অনন্তর তাহার যে যৎকিঞ্চিৎ সংস্থান ছিল তাহা টুপি ক্রয়ে নিয়োজি- মুসলমানেরা পাগড়ির মধ্যে যেরূপ লাল টুপি পরিয়া থাকে সেইরূপ কতকগুলি সংগ্রহ করিয়া আফ্রিকা দেশে প্রস্থান করিল।

একদা প্রত্যূষে গাত্রোত্থান করিয়া একাকী ঐ বিদেশে ভ্রমণ করিতে আরম্ভ করিল; ক্রমে বেলা দুই প্রহর হইয়া উঠিল। মধ্যাহ্নকালে আফ্রিকা দেশে প্রচণ্ড রৌদ্র হইয়া থাকে। পথিক আতপে তাপিত হইয়া বিশ্রামার্থ একটী বৃক্ষচ্ছায়ায় শয়ন করিল এবং শয়ন করিবার পূর্ব্বে একটী টুপি বাহির করিয়া মস্তকে দিল। বেলা অপরাহ্ন হইলে পথিকের নিদ্রাভঙ্গ হইল। কিন্তু কি সর্ব্বনাশ! চক্ষুরুন্মীলন করিয়া দেখে যে বৃক্ষের সমুদায় শাখায় অসংখ্য শাখামৃগ লোহিত বর্ণ টুপি পরিধান করিয়া মস্তকে বসিয়া আছে।

বানরেরা পথিককে টুপি মাথায় দিতে দেখিয়াছিল এবং সে নিদ্রিত হইবামাত্র তাহার টুপিগুলি বহিষ্কৃত করিয়া সকলেই এক একটী মাথায় দিয়াছিল। সুবোধিত পথিক তদ্দর্শনে শোকে অধীর হইয়া শিরে করাঘাত করত হাহাকার করিতে লাগিল এবং বিরক্ত হইয়া মস্তকের টুপিটী ভূতলে নিক্ষেপ করিল। কি আহ্লাদ! পথিককে টুপি ফেলিতে দেখিয়া বানরেরাও তৎক্ষণাৎ সকলে স্ব স্ব মস্তকের টুপি ভূতলে নিক্ষেপ করিল। তখন পথিক যৎপরোনাস্তি আনন্দিত হইয়া টুপিগুলি সংগ্রহ করিয়া লইল।

কোন কোন দেশে নিম্ন লিখিত উপায়ে বানর ধরিয়া থাকে। তত্রত্য লোকে একটী পাত্রে জল রাখিয়া হস্ত মুখাদি প্রক্ষালন করে, পরে সেই পাত্রে তরল আঠা পূর্ণ করিয়া কিছু দূরে চলিয়া যায়। বানরেরা তদ্দর্শনে আপনারাও মুখ প্রক্ষালন করিতে আইসে এবং যেমন ঐ আঠাপাত্রে মুখ ধৌত করে, অমনি তাহাদের পক্ষ্ম সকল জুড়িয়া যায়, সুতরাং অন্ধবৎ হইয়া তাহারা আর পলাইতে পারে না। তখন সহজেই তাহারা ধৃত হয়।

দক্ষিণ আমেরিকার বানরদের মধ্যে একবার বসন্ত রোগের অত্যন্ত প্রাদুর্ভাব হওয়াতে কোন ডাক্তার তন্নিবারণার্থ এই উপায় উদ্ভাবন করেন। তিনি দুই তিনটী বানরের হস্তপদ ... বৃদ্ধ বানরের না-কাতে উহাদের গোবসন্ত বাহির করিয়া দিলেন। তিনি যাহা করিলেন বানরটী তাহা অভিনিবেশপূর্ব্বক দেখিল। তৎপরে ডাক্তার মহাশয় একটি ছোট বানর, কিছু বীজ, ও এক খানি ছুরিকা তথায় রাখিয়া গেলেন। যাহা ভাবিয়া ছিলেন তাহাই ঘটিল। ডাক্তার মহাশয় অন্তরাল হইতে দেখিতে পাইলেন যে ঐ বৃদ্ধ বানর সেই বানরশাবকের হস্ত পদ বন্ধন করিয়া গোবসন্তাধান করিয়া দিল। ক্রমে ক্রমে অন্যান্য বানরেও ঐ চিকিৎসা শিখিল এবং সকলেই গোবসন্তাহিত হওয়াতে দুরন্ত বসন্ত রোগ শীঘ্র নিবারিত হইল।

একজন কোন দেশে কতকগুলি লোকের অধ্যক্ষ হইয়া একটি দ্বীপে কিছুদিন অবস্থিতি করেন। তিনি প্রত্যহ প্রাতঃকালে দন্ত ধাবন করিতেন। কিছুদিন পরে দেখিলেন একটি বানর তাঁহার মত দন্তধাবন করিতেছে, আর কিছুকাল গত হইলে দেখিলেন যে অনেক বানর নদীর তটে এক একটী উইলো শাখা হস্তে করিয়া রীতিমত দন্ত ধাবন

বিবিধ সংবাদ।

৭ই জ্যৈষ্ঠ সোমবার।

আর্কট গেজেট সম্পাদক কহেন তথায় এক ব্যক্তিকে দুই লক্ষ টাকার স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কার এবং হীরক পাওয়া গিয়াছে। ঐ ব্যক্তি বেগবের, অধিকাংশ অলঙ্কারে তাঁহার নাম খোদা আছে।

ফিনিক্স সম্পাদক কহেন ব্রাউন সাহেবের মোকদ্দমা বিষয়ে গত শনিবার যে লেখা হয়, তাহাতে ভ্রম হইয়াছিল, খরচা ও এক টাকা দিতে হইবে না, কেবল ক্ষতি পূরণ জন্য ১টাকা মাত্র দিবেন। ফিনিক্সের ভ্রান্তি বশতঃ সোমপ্রকাশেও ভ্রম হইয়াছিল।

কলিকাতা ও তন্নিকটবর্ত্তি মুসলমানেরা বীডন সাহেবকে এক এড্রেস দিয়াছেন। লেপ্টেনেণ্ট গবর্ণর তাহার উত্তর দান কালে কহিয়াছেন যে এতদ্দেশের বালকদের বিদ্যাশিক্ষা বিষয়ে তিনি বিশেষ রূপে মনোযোগী হইবে-

অন্য সকলের যত্নবান হওয়া উচিত; সকলে আগে মুসলমানদিগকে আলবোলা ছাড়াইবার চেষ্টা করুন, পশ্চাৎ লেখা পড়া শিখাইবেন।

দিল্লী গেজেট সম্পাদক বলেন দিল্লীতে ই মে অপরাহ্ণ ৫॥০ ঘটিকার সময় ভূমিকম্প হইয়া গিয়াছে।

হিন্দুপেট্রিয়ট সম্পাদক শুনিয়াছেন, কানিং ফণ্ডে ৪৩১০৲ টাকা আদায় হইয়াছে।

শুনা গেল শোণ নদের সেতু নির্ম্মাণ সম্পন্ন হইয়াছে।

অন্যতর ইউরোপীয় সমাচার পত্রে দৃষ্ট হইল পূর্ব্বফিল্ড নামে এক স্থানের এক কারখানায় একটি চোং ফাটিয়া প্রায় ২৩জন লোক মারা গিয়াছে।

বীরভূমের অন্তঃপাতী কুণ্ডলা হইতে এক ব্যক্তি লিখিয়া পাঠাইয়াছেন, তথায় এক জন ভদ্র সন্তান ৩০ টাকা পণ লইয়া পাঁচ মাসের একটী কন্যার বিবাহ দিয়াছেন। কন্যা ক্রয় বিক্রয় প্রথা ও বাল্য বিবাহ উত্তরষ্ট ...ন, তখন এরূপ ঘটনা বিস্ময়

৮ ই জ্যৈষ্ঠ মঙ্গলবার।

আলেক জণ্ডার মোক্তার নামে এক ব্যক্তি ফিনিক্স পত্রে লিখিয়াছেন যে তিনি পূর্ব্বে সব আসিষ্টাণ্ট সর্জ্জন ছিলেন কিন্তু উপাধি লাভের নিমিত্ত বিলাতে পরীক্ষা দিতে গমন করেন, পরীক্ষোত্তীর্ণ হইয়া প্রত্যাগমন করিয়াছেন, এক্ষণে ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট তাঁহাকে সেই কর্ম্ম আবার দিতে চাহিয়াছিলেন কিন্তু তিনি তাহা গ্রহণ করেন নাই।

টাইমস অব ইণ্ডিয়া সম্পাদক সমাচার পাইয়াছেন যে লার্ড কানিং আলেকজণ্ড্রিয়া হইতে ২৪এ এপ্রেল মারসেলিস নগরে যাত্রা করিয়াছেন। এই স্থানে আউটরাম সাহেবের সহিত তাঁহার সাক্ষাৎ হইয়াছিল।

মান্দ্রাজ হইতে বেপুর পর্য্যন্ত বাষ্পীয় শকট চলিতে আরম্ভ হইয়াছে।

ফিলিপ শকার নামে এক জন আফিসর ভৃত্যকার গুলির দ্বারা মানুষ মরে কি না এই [illegible] মির খাঁ নামে এক ভৃত্যের গাত্রে লেপ দিয়া গুলি করেন। প্রথম গুলিতে কিছু হয় নাই কিন্তু দ্বিতীয়বার ঐ রূপ গুলি করাতে তাহার গাত্রে অতিশয় আঘাত লাগে। গুলিক্ষেপ কর্ত্তার অপরাধের বিচার হইয়া ৩ মাসের কারাবাসের আজ্ঞা হইয়াছে। কিন্তু বিচার পতিরা প্রধান সেনাপতি ক্ষমা করেন এই অনুরোধ করিয়াছিলেন। সেনাপতি ক্ষমা না করিয়া কহিয়াছেন যথোচিত দণ্ড হয় নাই। পরীক্ষার জন্য এ তাদৃশ গর্হিত কর্ম্ম করা অতিশয় অনুচিত হইয়াছে। গুলি গাত্রে না লাগিয়া চক্ষে কিম্বা রগে লাগিলে প্রাণ নাশের সম্ভাবনা ছিল। আফিসরদিগের অনেকেই প্রায় ঐ রূপ হঠবুদ্ধি হন।

৯ ই জ্যৈষ্ঠ বুধবার।

হরকরা সম্পাদক ম্যাকে সাহেবের নামে অপবাদ লিখিয়াছিলেন বলিয়া ম্যাকে সাহেব তাঁহাকে উকীল দ্বারা লিখিয়া পাঠাইয়াছেন যদি তিনি নিজ অপবাদ ক্ষালন না করেন, তাঁহার নামে অবিলম্বে সুপ্রিম কোর্টে অভিযোগ হইবে। এই বারে হরকরার সাহসিকতা ও সত্য সম্বাদ সংগ্রহ করিবার পরিচয় হইবে।

ফিনিক্স সম্পাদক কহেন, গবর্ণমেণ্টের রাজস্ব ও বিচার সংক্রান্ত অচিহ্নিত কর্ম্মচারিরা এই বলিয়া গবর্ণমেণ্টে আবেদন করিবেন যে তাঁহাদিগের ৭০০ টাকার অধিক বেতন নাই, কিন্তু ইউরোপীয়দিগের তুল্য কর্ম্ম করিয়া থাকেন, তবে ইউরোপীয়দিগের অধিক এবং তাঁহাদিগের কম কেন? গবর্ণমেণ্ট বিদ্যালয়ের শিক্ষকেরাও কেন এই সঙ্গে যোগ দিন না।

বোম্বাই নগরে সর বার্টল ফ্রিয়র নিয়ম করিয়াছেন, যাঁহাদের পায়ে মোজা আছে তাঁহারা পাদুকা লইয়া গবর্ণমেণ্ট বাটীতে আসিতে পারিবেন, কিন্তু যাঁহারা মোজা ব্যবহার না করেন, তাঁহাদিগকে জুতা খুলিয়া আসিতে হইবে। এ কথা বড় মন্দ হয় নাই! মন এক বারে পরিষ্কার হয় না।

স্যাটরডে রিভিউ সম্পাদক কহেন, পারস্য হইতে নিশ্চিত সমাচার পাওয়া গিয়াছে। আকবর খাঁ নামে হিরাটে একজন রাজা আছেন। তিনি সমুদায় আফগান স্থান জয় করিবার নিমিত্ত একান্ত অভিলাষী হইয়াছেন। দোস্তমহম্মদ খাঁ মৃত প্রায় হইয়াছেন শুনিয়া

ঐ ব্যক্তি আপন সৈন্য লইয়া ফরানগর অধি-
কার করিয়াছেন। তিনি পারস্য রাজ্য হইতে
অনেক সাহায্য পাইয়াছেন।

ইংলিসম্যান সম্পাদক কহেন নেপাল দর-
বার হইতে গণ্ডার কমিশনরকে এই প...
লেখা হইয়াছিল যে এক জন গুরখা নেপা...
হইতে পলায়ন করিয়া ব্রিটিশরাজ্যে আসিয়া...
ছে অতএব তাহাকে ধৃত করিয়া প্রেরণ ক...
হয়। কমিশনর সাহেব কোন অনুসন্ধান ...
করিয়া তাহাকে বান্ধিয়া পাঠাইয়া দিয়াছে...
বলিয়া গবর্ণমেণ্ট ... প্রতি অতিশয় অ...
সন্তোষ প্রকাশ ক...

১৪ সংখ্যা স্টাইল... ...এর অ...
কে এদেশে বিদ্রোহ কালে প্রাণত্যাগ করে...
তাহাদিগের স্মরণার্থ স্টলে এক কীর্ত্তি স্ত...
নির্ম্মিত হইতেছে।

কর্ণ এগজামিনর সম্পাদক কহেন, ...
মিস ব্যাটরিক নামে একটি স্ত্রীলোক রাত্রিতে
অধ্যয়ন করিতেছিলেন এমত সময় মশারিতে
অগ্নি লাগিয়া সকল দগ্ধ হইয়া গিয়াছে। ...
নিও কালগ্রাসে পতিত হইয়াছেন। তি...
যেমন রূপবতী তেমনি গুণবতী ছিলেন, ...
ত্যন্ত দুঃখের সম্বাদ।

হরকরার লণ্ডনের সম্বাদদাতা কহে...
নীলদর্পণ পুনর্ব্বার মুদ্রিত হইয়াছে। এবা...
কি লংসাহেবকে জেলে যাইতে হইবে?

হরকরা সম্পাদক কহেন ইংলণ্ডেশ্বরী ...
দেশ করিয়া দিয়াছেন এ বৎসর তাঁহার জ...
তিথি উপলক্ষে সোমারোহ না হয়। উঁচ...
আজ্ঞা হইয়াছে।

১০ ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার।

ফিনিক্স সম্পাদক শুনিয়াছেন, লং সা...
হেব পীড়ার জন্য ছয় মাসের বিদায় পাই...
ছেন। তবে তাঁহার বিলাত যাইবার প...
বিলম্ব নাই।

উক্ত সম্পাদক বলেন লং সাহেব প্রত...
বর্ত্তন কালে বিলাতের বিশ্ববিদ্যালয় হইতে...
কর্ম্মচারী সকলকে সঙ্গে লইয়া আসিবেন। ...
যদি সত্য হয়, তাঁহার এখানে লোক প্রে...
করিবার চেষ্টার সহিত এ ব্যবহারের বিরো...
হইতেছে।

লাহোর, লুধিয়ানা বেরিলি ও আসা...

বাতে অতিশয় ঝড় হইয়া অত্যন্ত ক্ষতি হইয়াছে। ঘরের ছাদ পর্য্যন্ত উড়িয়া গিয়াছে।

দিল্লীগেজেটের লাহোরের সংবাদদাতা কহেন রাও সাহেবকে কাণপুরে প্রেরণ করা হইতেছে।

ইংলিসম্যান সম্পাদক কহেন ২৫ সংখ্যক পদাতিক সৈন্যের অনেকে ওলাউঠায় প্রাণত্যাগ করিতেছে। এবার অনেক স্থানে বড় ওলাউঠার প্রাদুর্ভাব বার্ত্তা শুনা যাইতেছে। এক ব্যক্তি আমাদিগের নিকট কহিল ঢাকার অন্তঃপাতি মাণিকগঞ্জে অতিশয় ওলাউঠা হইয়াছে।

যত দিন বুলমর সাহেব আরোগ্য লাভ না করেন তত দিন মেকফরসন সাহেব কলিকাতা কোর্ট আদালতের প্রধান জজের কর্ম্ম করিবেন।

সিটনকার সাহেব নিজামতে অতিরিক্ত জজ হইয়াছেন। নীলকরেরা যে চুপ করিয়া রহেন?

একজন গাড়োয়ান দুটি কাণা ঘোটক শকটে যোজিত করিয়া চালাইতেছিল, পুলিসে তাহার ৫ টাকা জরিমানা হইয়াছে। পশুর প্রতি নিষ্ঠুর ব্যবহার নিবারণী সভা তবে কর্ম্ম করিতেছেন।

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া সম্পাদক কহেন বরিশালে ২০০০ লোক ওলাউঠায় মারা পড়িয়াছে। সেখানকার লোক সংখ্যা বিবেচনা করিলে সে স্থানে লোক নাই বলিলে হয়।

উক্ত সম্পাদক আরো কহেন বিজয়পুরের রাজা এক পথ নির্ম্মাণ জন্য ৫০,০০০ টাকা দিয়াছেন। এই ত চাই।

উক্ত সম্পাদক শুনিয়াছেন লার্ড কানিং গমন কালে যে জাহাজে যান, তাহা পথে ভগ্ন হইয়াছে অন্য এক জাহাজে তাঁহারা গমন করিতে হইয়াছে।

১১ই জ্যৈষ্ঠ শুক্রবার।

সর মেন সাহেব মৃত রিচি সাহেবের কর্ম্মে নিযুক্ত হইয়াছেন।

গত মেলযোগে সমাচার আসিয়াছে ৫। নূতন প্রধানতম আদালত সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠিত হইবে। সর বার্নেস পিকক সাহেব নিয়ম প্রস্তুত করিবার অনুমতি পাইয়াছেন।

দিল্লীগেজেট সম্পাদক কহেন জবলপুরে অত্যধিক ঝড় হইয়াছে। অট্টালিকা সকল ভগ্ন হইয়া গিয়াছে এবং এতবড় ও এত শিল পড়িয়াছে যে তেমন কেহ কখন দেখেন নাই ও শুনেন নাই।

হিউ মেকফারসন সাহেব কলিকাতার মৃত্যু সংখ্যা করিয়া পুস্তকাকারে প্রচার করিয়াছেন। তাহাতে ২০ বৎসরের হিসাব লিখিত হইয়াছে। তিনি কহেন প্রতিবৎসর হিন্দু ও মুসলমান গড়ে ১৭০০০ মরে। ওলাউঠা দ্বারা অধিক সংখ্যা লোকের মৃত্যু হয়। এতদ্দেশীয়ের অপেক্ষা ইউরোপীয় কম মরে। বৎসরের মধ্যে আপ্রেল মার্চ ডিসেম্বর ও নবেম্বরেই অধিক পীড়া হয়, জুলাই ও জুনেই সর্ব্বাপেক্ষা ভাল যায়। ফেব্রুয়ারি মার্চ এপ্রেল ও মে মাসে ওলাউঠার অতিশয় প্রাদুর্ভাব হয়। দুঃশ চাউল ব্যবহারই এই পীড়াদির কারণ হিন্দু ও মুসলমান যে অধিক মরে নগরের মিউনিসিপাল বন্দোবস্ত তাহার এক কারণ।

ফিনিক্স সম্পাদক কহেন কলিকাতার নিকটবর্ত্তি ২৪ পরগণার এলাকার মধ্যে পূর্ব্বে মাদক দ্রব্য বিক্রয়ের জন্য দোকান করিতে হইলে লাইসেন্স লইলেই হইত কিন্তু একণে কলিকাতার অধীন হওয়াতে কমিসনরের মত ব্যতিরেকে বিক্রয়ের যো নাই। মাদক দ্রব্য বিক্রয়ের যত প্রতিবন্ধক হয় ততই ভাল।

ফিনিক্সের জহানাবাদের সংবাদদাতা কহেন যে তথায় এক দল দস্যু গবর্ণমেণ্টের ডাক লুঠ করিয়া লইয়াছিল, কিন্তু তাহারা ধরা পড়িয়াছে।

ইষ্টইণ্ডিয়ান রেলওয়ের অডিট ডিপার্টমেণ্টের অধ্যক্ষের লৌহ সিন্দুক হইতে গত শনিবার ২১ টাকা চুরি যায়। সাহেব বাঙ্গালি কেরাণিদিগকে সন্দেহ করিয়া সকলের ডেস্ক খুলিয়া সার্জ্জন দ্বারা অন্বেষণ করেন কিন্তু টাকা প্রাপ্ত হন নাই। কেরাণিরা একবাক্য হইয়া আফিস হইতে চলিয়া আসেন। সোমবার আফিসের নিকট উপস্থিত হইয়া ছিলেন কিন্তু কেহই ভিতরে যান নাই। সাহেব বিনতি পূর্ব্বক কহিলেন যে তোমাদিগকে অপমান করিবার জন্য এতাদৃশ কর্ম্ম করা হয় নাই। কেবল তোমাদের নির্দ্দোষিতা সপ্রমাণ করিবার জন্য অন্বেষণ করা হইয়াছে। সাহেবের বুঝাইয়া দিবার কি আবশ্যক? ইংরাজ কেরাণিদের ডেস্ক অন্বেষণ করা হইল না কেন?

বোম্বাই গাজেট' রিবিউ সম্পাদক কহেন, বোম্বাইবিশ্ববিদ্যালয়ের ছাত্রদিগকে উপাধি প্রদান করা হইয়াছে। ৪টী বালক বি, এ, এবং ৪ টি এল, এম উপাধি পাইয়াছেন। সর বার্টল ফ্রিয়র সভাস্থলে অধ্যক্ষতা করিয়াছিলেন তিনি এ দেশীয় বালকদিগের বুদ্ধি বৃত্তির বিশেষ প্রশংসা করিয়া এই আক্ষেপ করিয়াছেন যে এতদ্দেশীয়েরা বেশ ভূষণ বিষয়ে অত্যন্ত বিবেচ করিয়া থাকেন। আর ইহারা কোন নূতন বিষয়ের আবিষ্ক্রিয়া করিতে সমর্থ নহেন। বোধ হয় অনেক দিন অবধি বিদেশীয় রাজার অধীনে থাকিয়া মনের উৎসাহ গিয়াছে। তথাপি ত অনেকের এই ইচ্ছা যে ইহারা দাসের মত থাকেন।

১২ই জ্যৈষ্ঠ শনিবার।

এক ব্যক্তি লিখিয়া পাঠাইয়াছেন, বজীলপুরের কিঞ্চিৎ দক্ষিণ কুটিগোলা নিবাসী একজন গহনা ব্যবসায়ী বণিক, গত ৬ই জ্যৈষ্ঠ শুক্রবার রাত্রি অনুমান ৭ ঘণ্টার সময় এক মোট গহনা লইয়া মিত্রের গড় হইতে বাটী যাইতেছিল, কদমতলার নিকট রাস্তাতে বাজারে ঘোষদিগের গলার পূর্ব্ব পার্শ্বে কৃষ্ণমোহন মিত্রের ঘরের নিকটে হঠাৎ একজন দস্যু আসিয়া ঐ বণিকের মাথায় এক লাঠির আঘাত করে। সে দিন মিত্রের গড়ের হাটবার, রাস্তায় দুই একজন মেটো লোক চলিতেছিল, এবং তাহার নিকটেও লোক নদি আছে, বণিক চীৎকার করা পলায়ন করিল এবং দুই ৫ আসিয়া পড়িল, শুনা গেল গহনার ৭. যা যাইতে পারে নাই। অনুমান প্রায়ে কতগুলি অল্প লোকের সন্তান মেলাখোর হইয়াছে। বোধ হয় তাহাদের মধ্যেই কোন মহাপাপের এই কর্ম্ম। এদেশে কখন দস্যু ভয় ছিল না, উক্ত ভয়ের এই নূতন অবতার। যাহা হউক, আশ্চর্য্যের বিষয় এই, একপ্রকার মহকুমার থানা হইতে ঐ স্থান আট মাইল অধিক দূর নহে। তথায় চীৎকার করিলে সহজেই থানা হইতে অনায়াসে শুনা যায়. তাহাতে আবার রাত্রিকালের শব্দ, তথাপি থানার কর্ম্মকারীরা যে ঐ বণিকের চীৎকার ধ্বনি ও

রতে পান নাই ও তাঁহার খবর রাখেন না, ই-হাতে সকলে বুঝিতে পারিবেন আমাদিগের কর্ম্ম-চারী মহাপুরুষেরা সরকারের কর্ম্ম কিরূপ করত থাকেন।

চট্টগ্রামের এক ব্যক্তি তত্রত্য গবর্ণমেন্টের বাঙ্গালা স্কুলের পূর্ব্ব পণ্ডিত শ্রীজগদীশ তর্কালঙ্কারের প্রশংসা করিয়া পরিশেষে ছাত্র দিগের প্রশংসা স্থলে লিখিয়াছেন, ৬ জন বালক ছাত্র বৃত্তির পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ১০ টাকা করিয়া ছাত্র বৃত্তি প্রাপ্ত হইয়াছেন এবং ৯ জন বালক এনট্রান্সের পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন এবং ... শনিবার উক্ত বিদ্যালয়ের ছাত্রগণ মিলিত হইয়া মহাসমারোহপূর্ব্বক এক কালীপূজা করিয়াছেন। শেষ প্রশংসাটী সাংঘাতিক প্রশংসা।

১লা মে উদাবাদের অন্তর্গত ... গ্রামে বাবু প্রেমলাল চৌধুরীর বৈঠক খানায় বহরমপুর কালেজের কতিপয় ছাত্র একত্র হইয়া জ্ঞানকুসুমচন্দ্রিকা নামে একটি সভা স্থাপন করিয়াছেন। সভাস্থলে বহুসংখ্য সম্ভ্রান্ত ও ভদ্রলোক উপস্থিত ছিলেন। যুবক সম্প্রদায়! কেবল সভার আড়ম্বর করিয়া নিশ্চিন্ত হইতেছে কেন? কাজ কর।

২৬ এপ্রেল পর্য্যন্তের ইউরোপীয় সমাচার।

পিট্‌সবর্গে এক ঘোরতর সংগ্রাম হইয়া গিয়াছে। উভয় দলের বিস্তর লোক হত হইয়াছে। ...ক্তি বরোগার্ড (আমেরিকার দক্ষিণাংশের) সাংঘাতিক আঘাত পাইয়াছেন ...ত হইয়াছেন। উত্তরাংশের সে-...ক হইয়াছেন। মিসিসিপি দ্বীপ ...গত হইয়াছে।

...কের সেনারা মনুরো ... দুর্গে অব-...রুদ্ধ হইয়াছে এবং সেনাপতি ডেবিস তাহা-...কে ইয়র্ক নগরে লইয়া গিয়াছেন।

উত্তরাংশের সভা আজ্ঞা করিয়াছেন যে ইউ-নাইটেড ষ্টেট্‌সের লোক ভিন্ন অন্য সকল জাতি দক্ষিণাংশের বন্দর সকলে যাইতে পারিবেন।

ইংলণ্ডের যাবতীয় প্রদেশের কর্ম্মালয়ের অনেকেরা অতিশয় কষ্টে পড়িয়াছেন।

...কর্ম্মের কর্ম্ম আরম্ভ করিবার আজ্ঞা দিয়াছেন, রাজবংশীয় কতিপয় ব্যক্তি সভা স্থলে উপস্থিত ...

বোধ হয় সময় দেন সাহেব কলিকাতার প্রধান ব্যবস্থাপক সভার রাজবিধির সভ্যের পদ পাইয়াছেন।

জাপানের দূতগণ ২৮এ এপ্রেল প্যারিস হইতে ইংলণ্ডে যাত্রা করিবেন।

ইংলণ্ডেশ্বরীর সেনা দলের অর্দ্ধেক পেন্সন লইয়া কর্ম্ম পরিত্যাগ করিবার যে নিয়ম ছিল, তাহা সংশোধিত হইয়াছে।

ইংলণ্ড ও আমেরিকা উত্তর রাজ্যে দাস ব্যবসায় সংক্রান্ত যে নূতন সন্ধি হয়, তাহা কং-গ্রেস সভায় বিচারার্থ সমর্পিত হইয়াছে।

ব্রিটিষ ইন্সপেক্টরের যাবৎ সংবাদ না আইসে, তাবৎ কনফিডারেট যুদ্ধ জাহাজ নেপোলসে যাইবার আজ্ঞা পাইয়াছে।

প্রিন্স আলবর্টের মৃত্যু উপলক্ষে জাতি সাধারণ স্মরণ চিহ্ন স্থাপন প্রস্তাব পরিত্যক্ত হইয়া অন্য অন্য প্রস্তাব হইতেছে।

টাইমস পত্রের আমেরিকার সংবাদদাতা সেনাসহিত পটোমাকে যাইতে নিষিদ্ধ হইয়া ইংলণ্ডে প্রত্যাগমন করিয়াছেন।

এমিলি, সেন্ট, পিয়র নামে একখানি জাহাজ কলিকাতা হইতে যাত্রা কালে আমেরিকার উত্তরাংশের লোকদিগের হস্তগত হইয়াছিল কিন্তু মুক্ত হইয়া লিবরপুলে উপস্থিত হইয়াছে।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

৯ই মে—ডাক্তর এস বি পার্ট্রিজ গবর্ণ-মেণ্টের পক্ষে উপনিবেশকদিগের মেডিকাল ইনস্পেক্টর হইবেন।

জে, এ, ক্রুকৈস সাহেব কলিকাতার সহকারী কষ্টম কালেক্টর হইবেন

১০ই মে—হুগলির প্রতিনিধি জজ জে, ই, এস, লিলি সাহেব ১৮৫২ অব্দের ১৫ই এপ্রেলের গেজেটে প্রকাশিত আজ্ঞানুসারে ঐ অব্দের ৩ আইন অনুসারে বিশেষ কমিসনরের ক্ষমতা প্রাপ্ত হইবেন।

ও, জে, পি গ্রাণ্ট সাহেব কিছুদিনের জন্য মেদিনীপুরের প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

বাবু দুর্গাপতি বন্দোপাধ্যায় বীরভূমের সাধারণ বিদ্যাশিক্ষা কার্য্যের কমিটির সভ্য হইবেন।

রেবেনিউ বোর্ডের প্রতিনিধি সভ্য এচ, ডি, এচ, ফর্গুসন সাহেব সংপূর্ণ সভ্য হইবেন।

পাটনার প্রতিনিধি কমিসনর জি, এফ কোকরণ সাহেব তথাকার সংপূর্ণ কমিসনর হইবেন।

এ, জি, এম, ... সাহেব যিনি এক্ষণে বিদায় লইয়া আছেন, কটকের কমিসনর হইবেন।

নদীয়ার প্রতিনিধি কমিসনর ডি, এচ, ... সাহেব ঐ বিভাগের সংপূর্ণ কমিসনর হইবেন।

... সিংহের প্রতিনিধি জজ জে, ... উক্ত জেলায় সংপূর্ণ জজ হইবেন।

... ও চট্টগ্রামের অতিরিক্ত জজ এ, এ, ... সাহেব উক্ত জেলা সমূহের প্রতিনিধি জজ হইবেন।

ই, ... সাহেব প্রথম শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন, কিন্তু যত দিন অন্য আজ্ঞা ... বিশেষ কার্য্যে নিযুক্ত থাকিবেন

... সাহেব দিনাজপুরের দ্বিতীয় শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন, কিন্তু যত দিন অন্য কোন আজ্ঞা না হয় ... ২৪ পরগণার প্রতিনিধি মাজিষ্ট্রেট থাকিবেন।

... সাহেব চট্টগ্রামের ... মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন কিন্তু যতদিন অন্য আজ্ঞা না হয় ... পুরের প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টরের কার্য্য করিবেন।

এফ, বি, পিয়ার্স সাহেব দ্বিতীয় শ্রেণির ... মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন

১লা মে—অবধি ... নিয়োগ হইবে

সি, জে, মেকেঞ্জি মেদিনীপুরের দ্বিতীয় শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

১২ই মে—ডবলিউ এল টি স্মিথ সাহেব ... এপ্রেল অবধি মুঙ্গেরের সব ডেপুটি ... এজেণ্ট হইবেন।

১২ ই—মে জে ডবলিউ আর ... বরি সাহেব যশোহরের সাধারণ শিক্ষাকার্য্য কমিটির সম্পাদক হইবেন।

১৩ই মে—এফ বি পিকক সাহেব মেদিনী... যে জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের প্রতিনিধি হইবেন।

ই বি বেকর সাহেব কিছুকালের জন্য প্রথম পুলিস ইনস্পেক্টরের সহকারি প্রতিনিধি হইবেন।

১৫ই মে—কটকের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু ... ঘোষ ... বিভাগের ... প্রাপ্ত হইয়াছেন এক্ষণে তাঁহার যে ক্ষমতা আছে তদ্ভিন্ন ১৮... সালের ১০ আইনের ১ ধারা অনুসারী ক্ষমতা পাইবেন।

১৬ই মে—পি, এ, বার্ক সাহেব ... তার অস্থায়িক মাজিষ্ট্রেট হইবেন।

চট্টগ্রামের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর মৌলবী আহমদ ... ঐ প্রদেশে মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইবেন।

ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর ... গ্রাণ্ট সাহেব সাঁওতাল বিভাগের কার্য্যকর্ত্তা ...

হইবেন এবং ফৌজদারি আইনের (১৮৬১ সালের ২৫ আইন) ২২ ধারা ও ১৮৫৪ সালের ১০ আইনের ১ ধারা মতে বাজসাহিতে প্রথম শ্রেণি-র অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

বগুড়ার নিমক চৌকীর প্রতিনিধি অধ্যক্ষ বাবু সূর্য্যকান্ত মুখোপাধ্যায় ঐ প্রদেশে নিমক চৌকীর অধ্যক্ষ হইবেন।

বালেশ্বরের নিমক এজেন্টের দ্বিতীয় সহকারী ডবলিউ জি মেজ সাহেব অষ্টম শ্রেণিস্থ ছিলেন সপ্তম শ্রেণিতে অধিরূঢ় হইবেন।

আর. পিনক্রেয়াষ সাহেব বালেশ্বরে নিমক চৌকীর অষ্টম শ্রেণির সহকারী অধ্যক্ষ হইবেন।

কলিকাতার প্রতিনিধি ডেপুটী কালেক্টর ও সাহকারি অধ্যক্ষ জে, মেকেঞ্জি সাহেব ১৮৬০ সালের ৩০ আইন অনুসারে ঐ স্থানের কমিসনর সভার সম্পাদক হইবেন।

১০ই মে—সদর দেওয়ানি নিজামত আদালতে নিম্নলিখিত অতিরিক্ত জজ নিযুক্ত হইবেন।

এচ বি. জেক্‌স সাহেব ডবলিউ, এস, সিটনকার সাহেব, এল, এস জাকসন সাহেব।

ডবলিউ, এইচ, ডেভারসন সাহেব বাখরগঞ্জে শিবির ও সেসিয়ান জজের প্রতিনিধি হইবেন।

জে, এফ, আলেকজাণ্ডর সাহেব মুঙ্গেরে মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধি হইবেন।

জে, টুইডি সাহেব ... তাঁহার কার্য্যভার প্রাপ্ত হইবেন এবং ফৌজদারী আইনের (১৮৬১ সালের ২৫ আইন) ২২ ধারা মতে ও ১৮৫৯ সালের ১০ আইনের ১ ধারা মতে প্রথম শ্রেণির সহকারি মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন এবং ১৮৫৪ সালের ১০ আইন মতে সবডিভিজন ডেপুটী কালেক্টরের ক্ষমতা পাইবেন।

জে বিম্‌স সাহেব পূর্ণিয়ার মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধি হইবেন।

ডবলিউ এল হিলি সাহেব ময়মনসিংহে জইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের প্রতিনিধি হইবেন।

জে বি ওয়ারেণ্ডন সাহেব দিনাজপুরে জাইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের প্রতিনিধি হইবেন।

বাবু অভয়চরণ মল্লিক বারাসত বিভাগের কার্য্যভার প্রাপ্ত হইবেন এবং ২৪পরগনার মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

এইচ ব্রিজ্বাবলি সাহেব মুঙ্গেরে মাজিষ্ট্রেট ও কালেক্টরের সহকারি হইবেন এবং ঐ প্রদেশে দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভার কার্য্যসম্পাদক এফ মেকফারসন সাহেব অপর কর্ম্মাভার নিযুক্ত হওয়ার জন্য কলিকাতা ছোট আদালতের প্রথম জজের প্রতিনিধি স্বরূপ থাকিবেন।

নিম্নলিখিত ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টরেরা মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

চট্টগ্রামে মৌলবি ওজমল আলি ও বাবু ভগবানচন্দ্র বসু। মেদিনীপুরে মৌলবি জোহর আলি।

নিম্নলিখিত কর্ম্মচারিরা ফৌজদারি আইনের (১৮৬১ সালের ২৫ আইন) ২২ ধারা মতে প্রথম শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা ও ১৮৫৯ সালের ১০ আইন মতে ডেপুটী কালেক্টরের ক্ষমতা পাইবেন।

বর্দ্ধমানে জে টুইডি।

কটকে আর ভি কষ্টিন।

পাটনায় ... সি বি সি বেয়ার।

মুরশিদাবাদে ডবলিউ আর্হল লাসমি

বীরভূমে এইচ এল হারিসন সাহেব।

নিম্নলিখিত কর্ম্মচারিরা ফৌজদারি আইনের (১৮৬১ সালের ২৫ আইন) ২২ ধারা অনুসারে প্রথম শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

শ্রীহট্টে বাবু কালীকিশোর ... এল।

ত্রিপুরায় বাবু রামাক্ষয় চট্টোপাধ্যায়

... সি এল ... সাহেব।

... ১৮৬১ ...

বর্দ্ধমানে, এইচ ...

... ডবলিউ বি ...

চট্টগ্রামে এইচ ডবলিউ ... মৌলবি ... আলি।

... বাবু ... ঘোষ

... বাবু ...

বাখরগঞ্জে মৌলবি ... সৈয়দ।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক।

মহোদয়েষু।

সবিনয়নিবেদনং।

২৫এ বৈশাখ গোয়াড়িয়ার শ্রীমান ...

বাবাজুর বৃন্দাবনে আগমন করিয়া অত্র আ... রূপ অভিমুখে যাত্রা করিয়াছেন।

গত ২৪।২৫এ বৈশাখ এপ্রদেশে ... ঝড় বৃষ্টি হইয়াছে। ... গম প্রভৃতি ... ... বিস্তর ক্ষতি হইয়াছে।

এবৎসর শস্যের মূল্য গত দুই বৎসর অপেক্ষা ন্যূন হইয়াছে। কেবল তৈল ও ... মূল্য অধিক হইয়াছে।

এবার বৃন্দাবনে বাঙ্গালা প্রভৃতি দেশের অধিক সংখ্য যাত্রী আসিয়াছে কিন্তু স্ত্রীলোকের সংখ্যা অপেক্ষা পুরুষের সংখ্যা অল্প।

২৭এ বৈশাখ।

সন ১২৬৯। বৃন্দাবনস্থ পাঠক্য

বৃন্দাবন।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক।

মহাশয় সমীপেষু।

প্রথেম ... মুখ বিপরীত ফল।

হেরিয়ে নয়নে বহে অবিরত জল।

অজ্ঞ ও অবোধ বালকেরা কোন মহৎ কার্য্যের অনুষ্ঠানে প্রবৃত্ত হইলে শক্তিসম্পন্ন ব্যক্তিরা উহাদিগের উৎসাহ প্রদানার্থ আপনারাই তাহার ভারগ্রহণ করিয়া সেই অনুষ্ঠিত কার্য্যটি সুসম্পন্ন করিয়া থাকেন। আমি সেই ভরসা করিয়া একটি ইংরাজি ও বাঙ্গালা বিদ্যালয় সংস্থাপন করি: ভাবিয়াছিলাম এখানে যে সমস্ত ধনী ও ক্ষমতাপন্ন লোক অবস্থিতি করিতেছেন, তাঁহাদের ... অবশ্যই এই অনুষ্ঠিত কার্য্যটি সর্ব্বাঙ্গসুন্দর হইয়া উঠিবে। কিন্তু দুঃখের বিষয় ... বিদ্যালয়টির বয়ঃক্রম প্রায় ... বৎসরের অধিক হইল, কোথায় বয়োবৃদ্ধি সহকারে ক্রমে ... পুষ্ট হইয়া সুশ্রী হইয়া উঠিবে, তাহা না হইয়া দুর্ভাগা বশতঃ দিন২ ক্ষীণ হইয়া ... হইতেছে। ফলতঃ একাল মধ্যে এবিদ্যালয়টি কোন মহাত্মার দৃষ্টিপাতেও পতিত হইল না।

... অতি অল্প ডেপুটী মাজিষ্ট্রেট শ্রীযুত এ... রাইনস সাহেব মাজিষ্ট্রেট হইয়া ... বিচার কার্য্য সম্পন্ন করিতেছেন, তিনি যে ... প্রজাবৎসল ও সুষ্ট ... কথা বলা বাহুল্য ... একণে দীনজনের না উত্তাইল হয়। ইনি এ স্থানে কিছু কাল স্থায়ী হইলে বিদ্যালয়টির উন্নতি হইবার সম্ভাবনা আছে।

১১ই মে ১৮৬১। ... শ্রীপঙ্কজ ...

২৯ বৈশাখ ১২৬৯। শ্রীমুকুন্দ ... চক্রবর্ত্তী

... ...

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পা-
দক মহাশয় সমীপেষু।

মহাশয়! নিম্ন লিখিত সমাচার কয়েকটি যদি প্রক-
টিত হইবার যোগ্য হয়, তাহা হইলে প্রকাশিত
করিবেন।

১। প্রায় তিন মাস হইল এখানে একটী
হিতার্থিনী সভা স্থাপিত হইয়াছে। সভা অদ্যা-
বধিও কোন বিশেষ কার্য্য করিয়া উঠিতে পারেন
নাই। খৃষ্টীয় সভা ও অন্য সভ্যের সহিত বি
বাদই ইহার কারণ। এখন খৃষ্টান সভ্যেরা সম্প
ত্যাগ করিয়াছেন, একণে আমরা আশা করি-
তেছি সভা শীঘ্র [illegible]

২। মহাশয় কালনা [illegible] স্থান।
ইহাকে দেখিলে বোধ হয় না যে এখানে ব্রিটিশ
দিগের অধিকার আছে। এখানে [illegible]
একচেটিয়া বাণিজ্য আছে। আলু, পান, মিসি
ইত্যাদি অনেক দ্রব্য একজনই বিক্রয় করিবে,
দ্বিতীয় জনের বিক্রয়ের স্বত্ব নাই। [illegible]
ঘাটে নৌকা লাগিলেই আট আনা [illegible] দিতে
হইবে। আপনি এরূপ মনে করিবেন না যে এই
টাকা কোম্পানিতে লয়, এ টাকায় [illegible]
রাজার অধিকার।

৩। শ্রীযুক্ত বাবু জীবানন্দ ভট্টাচার্য্য, যিনি
কলিকাতা সংস্কৃতবিদ্যালয়ের ছাত্র, তাঁহার
অবকাশ হওয়াতে এখানে আসিয়া একটী ব্রাহ্ম
[illegible] স্থাপিত করিয়াছেন, ও প্রত্যহ দেখা
[illegible] শিক্ষক [illegible] করিতেছেন
[illegible] সুন্দর [illegible] [illegible] কোন
নতন [illegible] ছাত্র [illegible]

৪। [illegible] বাবুর
[illegible] [illegible] হইয়াছে।
ব্রাহ্মসমাজ [illegible] কালনা
অনেক ভদ্রলোক উপ[illegible] নত
[illegible] উপাসনা [illegible]
[illegible] উৎকৃষ্ট ব্যাখ্যান [illegible]
হইল। খৃষ্টানেরা ব্রাহ্মদিগের [illegible]
হওয়াতে অত্যন্ত ক্রুদ্ধ [illegible]
বিদ্যালয় ও সমাজ যাহাতে [illegible]
চেষ্টায় আছেন। [illegible] তাঁহারা
পারিবেন না।

৫। এখানে চৌকিদারি টেক্স [illegible]
দিতেছে। চৌকিদারি টেক্স [illegible]
লোক দেওয়া হইবে। কিন্তু [illegible]
তাঁহারা এত নির্ধন ও দরিদ্র যে [illegible]
[illegible] দিন আনেন [illegible]
চৌকিদারি টাকা দিতে কি হইবে না বাস্তু! উত্তম
রূপে বাঁধা হইবে, কিন্তু আমি উত্তম রূপে বলি-
তেছি যে অনেকের বাটীর মধ্যে একদিন সে সঞ্চ-
য়ের বলিয়া বোধ হয়

২৭ শে বৈশাখ।
১৮৬২ ইং অব্দ। শ্রী[illegible]
কালনা

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয় সমীপেষু।

এখায় একটি ভয়ঙ্কর ব্যাঘ্র আসিয়া উপস্থিত
হইয়াছে। তাহার উৎপাতে অত্রত্য অধিবাসি
[illegible] বাহিরে যাইতে পারে না। ঐ
ব্যাঘ্র [illegible] বৈশাখ রজনীতে একটি [illegible]
বীয় বালককে উদরসাৎ করিয়াছে। অনুসন্ধানে
[illegible] তাহার মস্তকটী মাত্র পাওয়া গিয়াছে।
[illegible], এতৎপ্রদেশে ওলাউঠা রোগেরও অত্যন্ত
প্রাদুর্ভাব হইয়াছে। এমন কি প্রত্যহ দুই
[illegible] কাল কবলে পতিত হইতেছে [illegible]
গ্রাম অতিবিরল। অতএব [illegible] রাজপুরুষদিগের
[illegible] চেষ্টা করা কর্ত্তব্য। [illegible] ত্রিবেণী বংশবাটী
প্রভৃতি স্থানের ন্যায় ইহার উৎসন্ন হইবে [illegible]
[illegible]

১২ই বৈশাখ। নিবেদনমিতি।
সন ১২৬৯। কস্যচিৎ অধিবাসিনঃ
[illegible]

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক
মহাশয় সমীপেষু।

সবিনয়ং নিবেদনমিদং।

সম্পাদক মহাশয়! চোরের দৌরাত্ম্যে এ
গ্রামের লোক ভারি ভয়ে [illegible] সমস্ত
রাত্রি প্রায় সকলে জাগিয়া থাকিতেছে। গত
বৎসরেও প্রায় এই প্রকারে হইয়াছিল, কিন্তু আ-
[illegible] জাগিয়া রাত্রি কাটাইতে হয় নাই, এ
বারেও সেপ্রকার [illegible]
[illegible]
[illegible] এই গ্রামবাসী শ্রীহরিনাথ
[illegible] চোর আইয়া [illegible]
[illegible] শত টাকার জিনিষ লইয়া
[illegible] পাওয়া যাইতেছে
[illegible] সর্ব্বস্ব লইয়া
[illegible] বাটীতে সিঁধ দিয়াছিল,
[illegible]
এ প্রকার কথা ভিন্ন অন্য কোন বিষয়ের কিছু
শুনিতে পাই না। মহাশয়! দুঃখের কথা [illegible]
[illegible] গত রাত্রে আমাদের প্রতিবাসী [illegible]
বাটীতে চুরি হইয়া [illegible]

মহাশয়! এই গ্রামে একটি থানা আছে [illegible]
ও তাহাতে একজন জমাদার ও কএক জন কন
[illegible] ও আছে এবং গ্রামান্তরে [illegible]
[illegible] দারোগা প্রভৃতি মহাশয়েরাও [illegible]
[illegible], কিন্তু ইহাদের দ্বারা উপকার হইতে
[illegible] না, কেবল স্বীয় উদর পূরণে [illegible]
[illegible] সর্ব্বনাশ হউক আর যাহা হউক [illegible]
[illegible] তাহাদের কি ক্ষতি? তাহাদের উদর
পূর্ণ হইলেই হইল। যদি কেহ আসিয়া তা
দিগের নিকটে কহে, অমুকের বাটীতে [illegible]
রাত্রে চুরি হইয়াছে, অমনি তাহারা [illegible]
[illegible] ঐ দুঃখিত [illegible]
[illegible] দিতে [illegible]। আপনার রজনীতে
[illegible] দিয়া [illegible] করিতে থাকেন। চোরে
[illegible] থাকুক, আগে ঐ ব্যক্তি
বাটী অনুসন্ধান [illegible] তাহাকে [illegible]
করিয়া দিয়া [illegible]। মহাশয় এই গ্রামে
দুই ক্রোশ অন্তরে ম্যাজিষ্ট্রেটের কাছারি
আছে। তাঁহারা নিজে কোন অনুসন্ধান করেন
না, কেবল [illegible]। কর্ম্মচারি
[illegible]
[illegible]
[illegible]

[illegible] বৈশাখ। চৌরভয়ভীত
[illegible] কস্যচিৎ [illegible] নিবাসিনঃ

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু [illegible]
১২৬৯ বৈশাখ হইতে আশ্বিন পর্য্যন্ত ৫ [illegible]
" " [illegible] কুমার [illegible]
১২৬৯ বৈশাখ হইতে আশ্বিন পর্য্যন্ত [illegible]
" " পীতাম্বর [illegible]
১২৬৯ বৈশাখ হইতে আশ্বিন [illegible] ৫
" " [illegible] ঘোষ [illegible]
১২৬৯ বৈশাখ হইতে আশ্বিন পর্য্যন্ত ৫

এই পত্র কলিকাতার দক্ষিণ পূর্ব্ব [illegible] সোনারপুর ষ্টেশনের দক্ষিণ [illegible] গ্রামে শ্রী[illegible] দ্বারকানাথ বিদ্যাভূষণের বাটীতে [illegible] সোম[illegible]

সোমপ্রকাশ

" প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং

৫ ভাগ। ২৯ সংখ্যা। } সন ১২৬৯ । ২১ জ্যৈষ্ঠ । ইং ১৮৬২ । ২ জুন { মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশ।

২১ এ জ্যৈষ্ঠ সোমবার।

অন্যায়নিবারণী সভার

আবশ্যকতা।

মুসলমানদিগের অধিকারের কথা দূরে থাকু
, ইংরাজদিগেরই প্রাথমিক অধিকার
কালে শুনিয়াছি ডাকাইতেরা প্রকাশ্য
রূপে পত্র লিখিয়া ডাকাইতি করিতে
যাইত; দুর্দ্দান্ত ধনবান অথবা জমীদারেরা
প্রকাশ্য রাজপথ হইতে সুন্দরী স্ত্রীলোক
দিগকে স্বগৃহে ধরিয়া লইয়া যাইত; চো
রের উপদ্রবে নিশ্চিন্তমনে নিদ্রাসুখ অনু
ভব করা ভার ছিল; প্রবলের আস্ফালন
দুর্ব্বলের সর্ব্বত্র প্রাণনাশের না হউক প্রাণ
নাশ সদৃশ যন্ত্রণা ভোগের হেতু হইত।
এখন সর্ব্বপ্রদেশে (নীল প্রধান প্রদেশে
ইহার অনেক উপদ্রব আজিও জাগরূক
আছে) না হউক, অনেকস্থলে উল্লিখিত
দৌরাত্ম্য প্রায় নিঃশেষিত হইয়াছে। শাসন
প্রণালীর দৈনন্দিন শ্রীবৃদ্ধি নয়নগোচর
হইতেছে। কিন্তু অনুধাবন করিয়া দেখি
লে দুর্ব্বলের প্রতি প্রবলের সম্যক অত্যা
চার নিবারণের আজিও বহুবিলম্ব আছে।
এক্ষণে সচরাচর দেখিতে পাওয়া যায়, যে
অত্যাচার করিলে তদ্বিষয় সকল রাজ
গোচর ও সপ্রমাণ হইয়া গুরুদণ্ড হইবার
সম্ভাবনা আছে, দুষ্টেরা তাদৃশ অত্যাচার
প্রায় পরিত্যাগ করিয়াছে। দুর্ব্বলের পক্ষে
আদালতে যে অত্যাচার প্রমাণ করা নি
তান্ত কঠিন, এক্ষণে তাদৃশ অত্যাচার স্রোত
প্রবাহিত দৃষ্ট হইতেছে। আদালত হইতে
সে সকলের প্রতীকার সহজ নয়। দৃষ্টান্ত
স্বরূপ একটী উদাহরণ প্রদর্শিত হইতেছে।

বোধ কর প্রবল ও দুর্ব্বল উভয়ের
ভূমি পাশ্ব সংলগ্ন। প্রবল সীমা অতিক্রম
করিয়া দুর্ব্বলের পাঁচ হাত ভূমি হরণ করি
ল। যেরূপ আদালতের গতি, পাঁচহাত
ভূমির উদ্ধার অন্ততঃ ৫০ টাকার ন্যূন স
ম্পন্ন হইবার সম্ভাবনা নাই। যাঁহারা
আদালতে মকদ্দমা করিয়াছেন, তাঁহারা
কখন ৫ হাত ভূমির জন্য ৫০ টাকা ব্যয়ের
কথা শুনিয়া বিস্ময়াপন্ন হইবেন না। আম
রা এরূপ একটী সীমাতিক্রমের মকদ্দমার
বৃত্তান্ত জানি। এককাঠা ভূমি লইয়া বি
বিবাদ হয়। তাহাতে ১২৫ টাকা ব্যয় হইয়া
যায়। কোন্ বিষয়ে কি ব্যয় হইয়াছিল
তাহার সমুদায় ঠিক করিয়া বলিতে পারি
তেছি না। কিন্তু যে প্রক্রিয়াতে মকদ্দমা
হইয়াছিল, তাহা শ্রবণ করিয়া পাঠকগণ বি
বেচনা করিয়া দেখুন আমরা যে ব্যয়ের কথা
কহিতেছি, তাহা হইতে পারে কি না?

প্রথম আবেদন ও উকীলের ব্যয়
এক কাঠা ভূমির মকদ্দমার আইনে এ
উকীলের ব্যয় নিরূপিত আছে, তাহা অতি
অংসামান্য। তাহাতে উকীলেরা মকদ্দমা
গ্রহণ করিতে সম্মত হন না, সুতরাং অতি
দিতে হইল। তাহার পর পদাতিকের
রাহা দিয়া নালীশ হইয়াছে, প্রতিবাদিকে
জানাইতে হইল। প্রতিবাদী তাহার কো
উত্তর দিল না, পুনরায় সমন জারী ক
তে হইল। সুতরাং পুনরায় পদাতিকে
মিয়াদ দিতে হইল। তাহার পর সাক্ষী
এদেশের সাক্ষীর এমনি দুর্দ্দশা যে যাঁহা
গ্রহণ না করেন তাদৃশ ভদ্রলোকে
সাক্ষ্যদানে একান্ত পরাঙ্মুখ; তাঁহারা কো
ক্রমে দায়ে পড়িয়াও আদালতে যাইতে চাহে
না। অতএব সাক্ষী লইয়া যাইতে হইল
অতএব সাক্ষিদিগের এই রীতি, তাহারা ন

মলুক, আর মিথ্যা মলুক, টাকা না পাইলে আদালতে পদার্পণ করে না। টাকা পাইবামাত্রই যে তাহাদিগের মন প্রসন্ন হইল, পাঠকগণ এরূপ বিবেচনা করিবেন না। শ্বশুরকুলের সন্তান জামাতা হইলে তত আদর করিতে হয় না, এত আদর করিয়া ঐ সকল সাক্ষীকে গাড়িতে (জন্মের মধ্যে তাহাদিগের এই বা গাড়ি চড়া হয়) লইয়া যাইতে হয় এবং রাজভোগে আহার করাইতে হয়। সাক্ষী লইয়া যাইবার দিন আপনার প্রিয়তমার অঙ্গ হইতে উন্মোচন করিয়া অলঙ্কার বন্ধক দিতে হউক অথবা বসতিবাটী বিক্রয় করিতে হউক, বাদী অথবা প্রতিবাদী কিছুতেই কাতর নহেন (হা বিধাতঃ লোকের যে অসাধুতা ও নির্বুদ্ধিতাবশতঃ এই বিড়ম্বনা হইতেছে, তাহা কবে অন্তর্হিত হইবে) এইরূপে সাক্ষিগণকে আদালতে লইয়া গিয়া সাক্ষির জবানবন্দী করান হইল। এসময়ে আমলাদিগের কিছু প্রাপ্য আছে। তাঁহারা ব্যক্তি বিবেচনা করিয়া প্রতি সাক্ষিতে একটাকা অথবা আটআনা লইয়া থাকেন (যাঁহারা কিঞ্চিৎ অধিক দেন, তাঁহাদিগের পক্ষে সাক্ষ্য অনুকূল হয়) তাহা দিতে হইল।

উভয় পক্ষের এইরূপে সাক্ষ্য দেওয়া হইলে বিচারকর্ত্তা সন্দিহান হইয়া মকস্বলে আমীন পাঠাইয়া দিলেন। আমীন সব উদর বৃহৎ, যাঁহার ন্যায্যপক্ষ তিনি তাহা পূর্ণ করিতে পারিলেন না, সুতরাং আমীন বিপরীত রোয়দাদ দিলেন। প্রস্তাবিত মকদ্দমায় কয়েকজন ভদ্রলোক সাক্ষী ছিলেন। আমিন ১৯ আইন জারী করিয়া তাঁহাদিগকে আদালতে লইয়া যাওয়া হইল। তাহাতেও অল্প ব্যয় হইল না। কিছুতেই বিচারকর্ত্তার সংশয়চ্ছেদ না হওয়াতে তিনি স্বয়ং মকস্বলে গেলেন। তাঁহার বাহনেরাও (আমলারা) তাঁহার সমভিব্যাহারে গমন করিলেন। আমলারা কখন বিনা লাভে একপদ গমন করেন না। তাহাতেও কিছু গেল। শেষে সুবুদ্ধি বিচারপতি অর্থিকে হারাইয়া দিলেন। আপীল হইল, তাহাও বিনা অর্থব্যয় সম্পন্ন হইল না। এখন পাঠকগণ কি বিবেচনা করিতেছেন, এককাঠা ভূমির উদ্ধারার্থ ১২৫ টাকা ব্যয় হও, অসম্ভাবিত? দরিদ্রব্যক্তি এ টাকা কোথায় পায়?

পল্লীগ্রামে এক কাঠা জমির মূল্য সচরাচর পাঁচ টাকার বড় অধিক হয় না। এই পাঁচটাকার উদ্ধারার্থ ১২৫টাকা ব্যয় করিতে সকলের প্রবৃত্তি জন্মিবে কেন? মকদ্দমা করা কেবল অর্থব্যয় হইলেও হয় না, লোকবল চাই। যাহার লোকবল নাই, অন্যে বিষয় কাড়িয়া লইতেছে দেখিয়াও তাহাকে অগত্যা মনোদুঃখ মনে লীন করিতে হয়।

আমরা দিগ্দর্শনার্থ একটি উদাহরণ প্রদর্শন করিলাম, মকস্বলে দিনং এইরূপ সহস্রং অন্যায় কার্য্য অনুষ্ঠিত হইতেছে। তাহার নিবারণের উপায় কি? আদালতের দোষ সংশোধিত হইলে অনেকতই তন্নিবারণে প্রভু হইবেন, এ আশা সুদূর পরাহত। গ্রামের ভদ্র ও বার্দ্ধিব লোকদিগেরই এতন্নিবারণের উপায় অনুসন্ধান করা কর্ত্তব্য। স্থানে২ অন্যায় নিবারণী সভাস্থাপন তন্নিবারণের উৎকৃষ্ট উপায়।

কৃতবিদ্য ব্যক্তিদিগকে এই সভাস্থাপনে কৃতোদ্যোগ হইতে হইবে। যে সে ব্যক্তিকে সভ্য করিয়া ইষ্ট সিদ্ধি হইবার সম্ভাবনা নাই। যাঁহাদিগের ধর্ম্মজ্ঞান আছে, যাঁহারা অন্যের হিত সাধনকে প্রধান কর্ত্তব্য বলিয়া জ্ঞান করেন এবং অর্থে অথবা চাটুবচনে যাঁহাদিগের চিত্তকে বিচলিত করিতে না পারে, তাঁহারাই এই সভার সভাপদ লাভের যোগ্য পাত্র। এই সভাকে যে রীতিতে যে যে কার্য্য করিতে হইবে, তাহারও উল্লেখ করা যাইতেছে। এই সভা ধর্ম্ম অথবা সামাজিক বিষয়ে হস্তক্ষেপ করিবেন না, অন্যান্য প্রকার অন্যায়নিবারণের চেষ্টা করিবেন। কেহ কাহার প্রতি যদি অন্যায়াচরণ করেন, কোনরূপে তাহা সভার গোচর হইলে সভা প্রথমে তাহার তত্ত্বানুসন্ধান করিবেন। অন্যায়কর্ত্তার অত্যাচারী সভার হৃদয়ঙ্গম হইলে সভা অগ্রে অন্যায়কারিকে তদ্বিষয় হইতে নিবৃত্ত হইবার অনুরোধ করিবেন। তিনি যদি অনুরোধ রক্ষা করেন, ভাল, অন্যথা সভা অন্যায়সহিষ্ণুর প্রতিনিধি হইয়া, ঐ বিষয়টী নিকটস্থ বিচারপতির গোচর করিবেন, বিচারকর্ত্তা কেবল সভার বাক্যের উপরে বিশ্বাস করিয়া কার্য্য করিবেন না, স্বয়ং অনুসন্ধান করিয়া ন্যায়ান্যায় নির্ণয় করিবেন।

এস্থলে এই আপত্তি হইতে পারে, বিচারকর্ত্তারা সভার কথা শুনিয়া কার্য্য করিবেন কেন? অর্থি প্রত্যর্থির আবেদন শ্রবণ করিয়া কার্য্য করিবারই নিয়ম ও রীতি আছে। ইহার উত্তর এই, যদি প্রস্তাবিত সভা সর্ব্বত্র প্রতিষ্ঠিত হয় এবং সকলে যত্নবান হন, সভার কথা শুনিয়া কার্য্য করিবার আইন না থাকিলেও তখন তাহা হইতে পারে। অন্যায় নিবারণ করা গবর্ণমেন্টের উদ্দেশ্য। যেই অন্যায় নিবারণ যখন সভার উদ্দেশ্য হইতেছে, তখন গবর্ণমেন্ট তাহার অনুমোদন না করিবেন কেন? এস্থলে বিশেষ করিয়া আমাদিগের এক বক্তব্য এই, অন্যায় নিবারণার্থই সভার সৃষ্টি হইতেছে, কিন্তু সভা যেন এক পক্ষপাতিনী হইয়া স্বয়ং অন্যায় কার্য্যে প্রবৃত্ত না হন। সভা ন্যায়োপেত কার্য্য করিলে গবর্ণমেন্ট হৃষ্ট চিত্তে অনুমোদন করিবেন সন্দেহ নাই। এইরূপ সর্ব্বত্র সভা হইলে গবর্ণমেন্টের অর্থব্যয় ও পরিশ্রমেরও অনেক লাঘব হইবে। এই সভার কার্য্য নির্ব্বাহার্থ কিছু কিছু অর্থের প্রয়োজন হইবে সন্দেহ নাই। কিন্তু সে

অর্থ চাঁদা দ্বারা গ্রামস্থ লোকদিগের নিকট হইতে সংগ্রহ করিতে হইবে।

কেহ২ মনে করিতে পারেন, আমরা ভারতবর্ষীয় সভার শাখা অথবা প্রাচীন পঞ্চায়েত স্থাপন প্রসঙ্গ করিতেছি। ভারতবর্ষীয় সভা ও পঞ্চায়েতের ব্যাপক বিষয়, কিন্তু ইহার বিষয় ব্যাপ্য। ভারতবর্ষীয় সভা গবর্ণমেণ্ট কৃত আইনাদির দোষ সংশোধনেই সমধিক যত্নবতী, এ সভার সে উদ্দেশ্য নহে, এ সভা প্রজাগণের পরস্পরের প্রতি পরস্পরের অত্যাচার নিবারণেরই চেষ্টা করিবেন। পঞ্চায়েত ধর্ম্মাদি যাবতীয় বিষয়ে হস্তক্ষেপ করেন, ইহার সে সকল বিষয়ে হস্তক্ষেপ উদ্দেশ্য নহে।

আমেরিকার সংবাদ।

হরকরা সম্পাদক ২৬এ এপ্রেল পর্য্যন্তের যে আমেরিকার সংবাদ পাইয়াছেন, তাহা স্পষ্টাক্ষরে কহিয়া দিতেছেন, আমেরিকার দক্ষিণাংশের সহিত উত্তরাংশের যে বিবাদ হইতেছে, ইংলণ্ড ও ফ্রান্স উভয় রাজ্য তাহার নিষ্পত্তি করিয়া দিবেন, সহজে যদি মীমাংসা না হয়, ঐ উভয় গবর্ণমেণ্ট বল প্রকাশেও পরাঙ্মুখ হইবেন না।

টেলিগ্রাফ যোগে যে সমস্ত সমাচার আইসে, কর্ম্মচারিদিগের দোষে বহু সময়ে তাহার বহু ব্যতিক্রম ঘটে। উল্লিখিত বিষয়ে যদি সেইরূপ ব্যতিক্রম ঘটিয়া থাকে, কথা নাই, যদি তাহা না হইয়া সম্বাদটি সত্য হয়, আমাদিগের অন্তঃকরণ বিস্ময় দ্বারা একান্ত অভিভূত হইতেছে। ভয় প্রদর্শন দ্বারা হউক, আর মৈত্রী দ্বারা হউক, আমেরিকার বিবাদ শান্তি হইলে জগতের বহুতর ইষ্ট লাভ হয় সন্দেহ নাই। এই কলটি বিবেচনা করিলে উক্ত উভয় গবর্ণমেণ্টের উল্লিখিত কার্য্যে অনুমোদন করিতে কোন ক্রমেই আমাদিগের অনিচ্ছা জন্মে না, কিন্তু আমাদিগের বিস্ময়ের কারণ এই, তাঁহারা কোন্ যুক্তি অবলম্বন করিয়া এবম্বিধ কার্য্যে প্রবৃত্তি বিধান করিতেছেন? আমেরিকা স্বাধীন রাজ্য, তাহার উপরে ইংলণ্ড অথবা ফ্রান্সের প্রভুত্ব নাই। কিন্তু ঐ উভয় রাজ্য প্রভুর ন্যায় কার্য্য করিতে প্রবৃত্ত হইয়াছেন উত্তর আমেরিকার লোকেরা ভীত হইয়া যদি যুদ্ধপ্রয়াস পরিত্যাগ করেন, সর্ব্বাঙ্গীন মঙ্গল হয় সন্দেহ নাই। ইংলণ্ড ও ফ্রান্স হস্তক্ষেপ করিলে উত্তরাংশের লোকদিগের অস্ত্র পরিত্যাগ করিবার সমধিক সম্ভাবনাও আছে। একে উক্ত উভয় গবর্ণমেণ্ট প্রবল, শত্রুতা জন্মিলে প্রবলের সহিত প্রতিযোগিতা করিতে হইবে। দ্বিতীয়তঃ উত্তরাংশের গবর্ণমেণ্টের অর্থের সচ্ছল নাই।

কিন্তু উত্তরাংশের লোকদিগের যদি অপমান জ্ঞান প্রবল হইয়া উঠে, এ সকল চিন্তা তিরোহিত হইয়া যায়, তাহা হইলেই বিষম অনর্থ। ইংলণ্ড ও ফ্রান্স উভয় গবর্ণমেণ্ট যে বিষয়ে হস্তক্ষেপ করিবার সঙ্কল্প করিয়াছেন, তদ্দ্বারা দক্ষিণাংশের আনুকূল্য করা হইতেছে। কিন্তু সেই সাহায্য ন্যায় বিধিবোধিত হইতেছে না। অনুধাবন করিয়া দেখিলে দক্ষিণাংশের লোকেরা এক প্রকার রাষ্ট্রবিপ্লবকারী। দক্ষিণ ও উত্তর উভয় প্রদেশের লোক এক গবর্ণমেণ্টের অধীনে থাকাতেই আমেরিকার যত গৌরব। এক্ষণে দক্ষিণাংশ স্বতন্ত্র হইবার চেষ্টা করাতে সেই গৌরব হানি হইতেছে। ইংলণ্ড যে আমেরিকার নিকটে পরাভূত হয় উভয় অংশের ঐক্যবন্ধন অবস্থান কি তাহার কারণ নয়? ফলতঃ দক্ষিণাংশের লোকেরা স্বতন্ত্র হইবার চেষ্টা করাতে আমেরিকার গবর্ণমেণ্টের অনিষ্ট ঘটিয়াছে। যে সকল ব্যক্তি নিজ গবর্ণমেণ্টের অনিষ্টকারী, তাহাদিগের সহায়তা করা কি ক্রমে উচিত হয়?

ইংলণ্ড ও ফ্রান্স [illegible] য় রাজ্য আমেরিকার বিবাদে হস্তক্ষেপ করাতে [illegible] দিগের আর একটি অনিষ্টের আশঙ্কা হইতেছে। উত্তরাংশের লোকদিগের দাস ব্যবসায়ের প্রতি বিজাতীয় বিদ্বেষবুদ্ধি আছে। অতএব উত্তরাংশের [illegible] ঐ ব্যবসায় বিলুপ্ত হইবে, [illegible] কেহ সন্দেহ করিতেছে না। [illegible] দক্ষিণাংশ যদি স্বাধীনতা লাভ করে [illegible] দাস ব্যবসায় বিলোপের বহু [illegible] সন্দেহ নাই।

১৮৫৯ অব্দের ১০ আইন সংশোধন প্রস্তাব।

উপরি উক্ত আইনসংক্রান্ত ভারতবর্ষীয়সভার আবেদন প্রসঙ্গে প্রজাদিগের পক্ষবাদের প্রতিকূল বিষয়। [illegible] আইন সংশোধিত হইয়া যে আইন প্রবর্তিত হয়, তাহার ২। ৩ ধারায় লিখিত হইয়াছে, অর্থী অথবা প্রজা দোঁহার প্রতি [illegible] দণ্ডদান অথবা মকদ্দমার ব্যয় দিবার অনুমতি হইবে, তাহা সুদ সমেত দিতে হইবে। ভারতবর্ষীয় সভা আইনের প্রতিবাদ করিয়াছেন। এ প্রতিবাদ ন্যায়ানুমত হইয়াছে সন্দেহ নাই।

অপর, সংশোধিত আইনের দ্বিতীয় ধারায় এই প্রস্তাব হয়, যদি কোন প্রজা খাজনা না দেয়, নালিশ হইলে তাহাকে আপনার দেয় খাজনা ও দণ্ড উভয় দিতে হইবে। ভারতবর্ষীয়সভা একণ পরিবর্ত প্রসঙ্গ করিয়া এই প্রস্তাব করেন, প্রজাকে সময় দিবার নিমিত্ত কিস্তি ক্রমে খাজনা দিবার নিয়ম করিয়া দেওয়া আবশ্যক। যে প্রজা তিন কিস্তি আপনার দেয় খাজনা না দিবে, শেষ কিস্তির ১৫ দিনের পর তাহার জমা বাজেয়াপ্ত হইবে। এ প্রস্তাবটী সুসঙ্গত বলিয়া প্রতীয়মান হইতেছে না। প্রজাদিগকে পৈতৃক জমা হইতে বহিষ্কৃত করা কোন ক্রমেই পরামর্শসিদ্ধ নহে। কার্

…, ন্যায্য খাজনা দিতে অস… এখন এমন প্রজা অতিবিরল। তাহা…দের জমা বাজেআপ্ত হইবার অনুমাত্র …ভাবনা নাই। এদেশীয় প্রজারা নিজ গৃহ …র্গের ন্যায় আপন আপন জ…ধিকতর স্নেহ করে। ভূমি …ার ভয় না থাকিলে তাহারা …াহার শ্রীবৃদ্ধি সাধন করিয়া থা…রেয়া সেটা বুঝিতে পারেন না। …হইয়া উত্তম শস্যাদি জন্মি… সম্ভব হয়। প্রজার সকল …দারদিগের স্বচ্ছন্দ, তাহাও …দারদিগের অনেকে বুঝিয়া উঠিতে …রেন না। তবে যাহারা দুষ্ট, জমা বাজে…আপ্ত করিবার নিয়ম করিয়া তাহাদিগকে …করিবার চেষ্টা না পাইয়া যদি দণ্ডের …নিয়ম করা হয়, তাহা হইলে কি অভীষ্ট … সম্ভাবনা নাই? কেবল এক দণ্ডভয় …দ্বারা চুরি ডাকাইতি নিবারণ হইয়াছে, আর যাহারা দুষ্টতা করিয়া খাজনা না …বে, দণ্ড দ্বারা তাহাদিগের কি শাসন হও…া সম্ভাবিত নয়?

সংশোধিত আইন সম্বন্ধে ভারতবর্ষীয় …র যে দুটী প্রধান আপত্তি, তদ্বিষয় …উল্লিখিত হইল। তদ্ভিন্ন, সভা অসংশোধি…ত আইনের যে যে অংশের সংশোধন …করিয়াছেন, তাহাও উল্লিখিত হই…য়াছে। ১৮৫৯ অব্দের ১০ আইনের ৩।৪। …ও ৬ ধারার তাৎপর্য্য এই, যে প্রজা …দীর্ঘকাল (৪ ধারায় ২০ বৎসরের এবং ৬ ধারায় ১২ বৎসরের কথা আছে) …ভূমি একবিধ খাজনা দিয়া ভোগ করি…য়া আসিয়াছে, জমীদার তাহাকে তাহার …ভোগ হইতে বঞ্চিত করিতে অথবা তাহার …খাজনা বৃদ্ধি করিতে পারিবেন না। এধারা …গুলি দশশালার বন্দোবস্তের প্রতিজ্ঞা বি…রুদ্ধ বলিয়া ভারতবর্ষীয় সভা ইহার পরি…বর্ত্ত প্রস্তাব করিয়াছেন। কিন্তু এতৎ পরি… …অনুমোদিত নহে। যে…

ব্যক্তি ২০ বৎসর পর্য্যন্ত একবিধহারে খাজনা দিয়া আইসে, তাঁহার তাদৃশ হারে খাজনা দিবার বিশিষ্ট কারণ থাকিবার সম্পূর্ণ সম্ভাবনা আছে। সেই কারণ জানা অথবা প্রমাণ হইল না বলিয়া তাহার ভোগ ব্যতিক্রম হওয়া কোন ক্রমেই ন্যায়ানুগত হইতেছে না। এস্থলে জমিদারদিগের ইহাও বিবেচনা করা আবশ্যক, চিরস্থায়ি বন্দোবস্ত হওয়াতে তাঁহারা যেমন লাভবান্ হইয়াছেন এবং বাঙ্গালা দেশের সৌভাগ্য বৃদ্ধি হইয়াছে, তেমনি প্রজাদিগের সহিত যদি তাঁহাদিগের চিরস্থায়ি বন্দোবস্ত হয়, কেবল প্রজার নয় তাঁহাদিগেরও স্বচ্ছন্দ লাভ হইবে এবং বাঙ্গলা দেশেরও সবিশেষ শ্রীবৃদ্ধি হইবে।

১৬ ও ১৭ ধারার বিষয়ে ভারতবর্ষীয় সভা যে আপত্তি করিয়াছেন, তাহাতে কিছু বিশেষ নূতন কথা নাই। ৩।৪।৫ ও ৬ ধারাতে যে যুক্তি প্রদর্শিত হইয়াছে এবং যে যুক্তিতে সেই সেই আপত্তির খণ্ডন করা হইয়াছে ১৬ ও ১৭ ধারাও সেই যুক্তিতে খণ্ডনীয় হইতেছে। দশশালার বন্দোবস্তের প্রতিজ্ঞা ভঙ্গই সেই যুক্তি। অথা প্রস্তাবত্রাধিক্য ভয়ে অন্য ২ আপত্তির বিষয় উল্লিখিত হইল না।

আফগানের যুদ্ধ

উপস্থিত আফগানের যুদ্ধ কথিতাঘিত ভাবা কল্কিকাল ন্যায় নিতান্ত দুর্জ্ঞেয় হইয়াছে। প্রথমে আমরা শুনিলাম, পারসীকেরা আফগান স্থানের রণক্ষেত্রে অবতীর্ণ হইয়াছেন, দোস্ত মহম্মদ সমর সজ্জা করিতেছেন, ইংরাজেরা সৈন্য প্রেরণ দ্বারা দোস্তের সাহায্য করিবেন কি না, এই বিষয় লইয়া আন্দোলন হইতেছে। কিন্তু একণে শুনা যাইতেছে পারসীকদিগের সংগ্রামবার্ত্তা অলীক। হিরাটের সুলতান জানের সহিত দোস্ত মহম্মদের বিবাদ। সুলতান জান বিপক্ষকে ভয় সঙ্কুচিত করিয়া স্বাভীষ্ট সাধন করিবার উদ্দেশে পারসীকদিগের সমর সম্বন্ধ প্রচার করিয়াছেন। দোস্ত মহম্মদও স্বার্থ সিদ্ধির উদ্দেশে ঐ অলীক সম্বাদে বাতাস দেন, তাঁহার বাতাস দিবার কারণ এই, তিনি ঐ উপায়ে যদি ব্রিটিস গবর্ণমেণ্টের সাহায্য পান, হিরাট অনায়াসে লব্ধ হইবে। কিন্তু ছল অবলম্বন করিয়া এ পর্য্যন্ত কেহ কৃতকার্য্য হইতে পারেন নাই।

মধ্যে আবার শুনা গেল, সুলতান জানের সহিত দোস্ত মহম্মদের সন্ধি হইয়াছে, কিন্তু এখন শুনা যাইতেছে, তাহাও অলীক। ঐরূপ কথা উঠিবার একটী কারণ আছে। সুলতান জান দোস্ত মহম্মদের জামাতা। অতএব শীঘ্র সন্ধি হওয়া অসম্ভাবিত নহে। যাহা হউক, একণে শুনা যাইতেছে দোস্ত মহম্মদ সসৈন্য অগ্রসর হইতেছেন। ইংরাজেরা দোস্ত মহম্মদের সাহায্য করিলেন কি না এখনও স্থির হয় নাই।

নীলপ্রধান প্রদেশ হইতে প্রাপ্ত।

মান্যবর সম্পাদক মহাশয়। নীলকুটিয়াল সাহেবেরা কর বৃদ্ধির নালিশকেই প্রজাদিগকে … করিবার শ্রেষ্ঠ উপায় স্থির করিয়াছেন … মফস্বলের ডেপুটী কালেক্টরেরা অনেকে তাঁহাদের সাহায্য করিতেছেন। এই জিলার ভূতপূর্ব্ব জজ মুইস্ ও হার্ট জাকসন সাহেব ইণ্ডিয়ান সাহেবদিগের মনোভিলাষ পূর্ণ করিবার প্রতিজ্ঞারূঢ় হইয়াছিলেন। এক্ষণে গবর্ণমেণ্ট জ্যাক্সন সাহেব নীলকর ও প্রজাদিগের কর সংক্রান্ত বিবাদ সহিত মোকদ্দমার বিচার নিষ্পত্তি জন্য কমিসনর নিযুক্ত হইয়া এখানে আগমন করিয়াছেন। শুনিলাম এদিকে কুটিয়াল সাহেবেরা প্রচার করিয়া দিয়াছেন যে দুই জ্যাকসন্‌কে অধিকার করাতে আমরা গবর্ণমেণ্ট …রুখাস্ত করিয়া আমারদিগের মনোমত বি…রক লইয়া আসিয়াছি। প্রজারা প্রথমে … কথায় বিশ্বাস করে নাই; কিন্তু যে সকল প্রজা … ভূমি দখল করিবার স্বত্ব নাই তাহাদিগের প্রতি … সাহেব যেচ্ছাক্রমে যে বি…

যে দাবী করিয়াছিলেন, এক্জিকিউটিভ কমিসনর্ সাহেব সেই মিসিল বলবত করিয়া ডিক্রী দিতেছেন। যে সকল প্রজার ভূমি দখল করিবার স্বত্ব আছে, তাহাদিগের গুজস্তাজমার দ্বিগুণ ডিক্রী করিতেছেন। এই সুবিচার দর্শন করিয়া কুটিয়াল সাহেবদিগের প্রচারিত ঐ কথাতে প্রজাদিগের দৃঢ় বিশ্বাস জন্মিয়াছে। কিন্তু যিনি যাহাই করুন না কেন, প্রজারা দৃঢ়প্রতিজ্ঞ হইয়াছে, তাহারা প্রাণান্তেও নীলবপন করিবে না। কমিসনর সাহেবের এই বিচার দর্শন করিয়া প্রজারা অনেকেই জমাজমি ইস্তফা দিয়াছে এবং বহুতর প্রজা স্থান পরিত্যাগ করিয়াছে। এই বিচারপতি আর কিছু কাল এইরূপ বিচার করিলেই আমি বোধ করি ভবিষ্যতে কুটিয়াল সাহেবদিগের চাকের সমুদায় প্রজা জমাজমি ইস্তফা দিবেক।

প্রজারা কোন ক্রমেই নীলবপন করিতে সম্মত না হওয়াতে কুটিয়াল সাহেবেরা মফস্বলের মহাজনদিগকে নিষেধ করিয়া দেন যে তাহারা প্রজাগণকে ধান্যাদি কর্জ্জ না দেন এবং ভিন্নাধিকারনিবাসী প্রজাদিগকে স্থান করিবার নিমিত্ত মফস্বলবাসী ক্ষুদ্র২ তালুকদারদিগকে অনুরোধ করেন; কিন্তু তাঁহারা তাহা গ্রাহ্য না করাতে ঐ সকল মহাজন ও তালুকদারদিগের প্রতি কুটিয়াল সাহেবেরা খড়্গহস্ত হইয়াছেন। সম্পাদক মহাশয়! রাম রাবণের যুদ্ধকালে ইন্দ্র রামের নিমিত্ত রথ প্রেরণ করাতে রাবণ ক্রোধে অধীর হইয়া সর্ব্বাগ্রে ইন্দ্রকেই বধ করিবার সঙ্কল্প করিয়াছিলেন।

এক্ষণে একটী অদ্ভুত মোকদ্দমার বৃত্তান্ত লিখিতেছি। কুড়ারীগাছি গ্রামবাসী তালুকদার এবং মহাজন রামকুমার মজুমদারের সহিত নিশ্চিন্তপুরের কুঠীর জেমস্ হিল সাহেবের উক্ত কারণে শত্রুতা জন্মিয়াছে। পূর্ব্বে মজুমদারের সহিত সাহেবের প্রণয় ও আত্মীয়তা ছিল এবং মধ্যে২ মজুমদারের নিকট টাকাও কর্জ্জ লইতেন। ঐ সময়ে সাহেবের কুঠীর জমাদার তাঁহার ভ্রাতুষ্পুত্রকে চাকরী দিবার নিমিত্ত মজুমদারের নিকট প্রার্থনা করিয়াছিলেন। মজুমদার তদনুসারে তাহাকে আপন বাটীতে এক বরকন্দাজী কর্ম্মে নিযুক্ত করিয়াছিলেন। মজুমদারের জ্যেষ্ঠপুত্র যদু বাবু ঐ বরকন্দাজের নিকট কয়েকটী টাকা রাখিয়াছিলেন। কয়েকদিবস পরে সেই টাকা চাহিলে বরকন্দাজ কহে যে আমি তাহা খরচ করিয়া ফেলিয়াছি। এই অন্যায় কথা শুনিয়া যদুবাবু তম্বি করিয়া ভয় দেখাইয়া কহিলেন যে শীঘ্র টাকা না দিলে ফৌজদারীতে নালিশ করিয়া তোমাকে কএদ করাইব। বরকন্দাজ ৩ দিবসের মধ্যে টাকা আনিয়া দিব বলিয়া তাহার খুড়া উক্ত জমাদারের নিকট চলিয়া যায়। এক্ষণে হিল সাহেব এই সোপান পাইয়া ঐ বরকন্দাজকে গোপন করিয়া তাহার খুড়া উক্ত জমাদারেরদ্বারা চুয়াডাঙ্গার জাইণ্ট মেজিষ্টরের নিকট এই বলিয়া নালিশ উপস্থিত করিয়াছেন যে জমাদারের ভ্রাতুষ্পুত্রকে অনুসন্ধান করিয়া পাওয়া যায় নাই। তাহাতে তাহার মনিব মজুমদার জমীদারের প্রতি সম্পূর্ণ সন্দেহ হইতেছে। এই সূত্রে জাইণ্ট মেজিষ্টরের আদেশ ক্রমে প্রধান পুলিশ আমলারা মজুমদারের বাটীতে প্রবেশ করিয়া খানাতল্লাসি ও গ্রামস্থ লোকদ্বারা সুরতহাল করেন, তাহাতে প্রমাণ হয় যে সে ব্যক্তি খুন হয় নাই। টাকা আনিবার নিমিত্ত তাহার খুড়ার নিকট হিল সাহেবের কুঠীতে গিয়াছে। আমি শুনিয়াছি হিল সাহেব যখন দেখিলেন তাঁহার এই কুমন্ত্রণা নিষ্ফল হইবার উপক্রম হইয়াছে তখন তিনি কৌশলে জাইণ্ট মেজিষ্টর সাহেবকে জানাইলেন যে মজুমদারের পুত্রবধূর সহিত ঐ বরকন্দাজের প্রসক্তি ছিল সেই কারণে মজুমদারের পুত্রেরা তাহাকে খুন করিয়াছে। সুতরাং জাইণ্ট মেজিষ্টর সাহেবের সেই কথায় দৃঢ় বিশ্বাস জন্মিল। তিনি আর অনুসন্ধান না করিয়া স্বয়ং মজুমদারের বাটীর মধ্যে প্রবেশ করিলেন, প্রথমে ঘর দ্বার অনুসন্ধান করিয়া পরিশেষে মজুমদারের বাটীর স্থানে২ খনন করাও হইয়াছে। ঐ গ্রামে অনেক ভদ্র লোকের বাস আছে। জাইণ্ট মেজিষ্টর বহুতর ভদ্রলোকের জোবানবন্দী লইয়াছেন, তাহাতে উত্তম রূপে প্রমাণ হইয়াছে যে বরকন্দাজ টাকা আনিতে যাই বলিয়া হিল সাহেবের কুঠীতে চলিয়া গিয়াছে। ইহাতেও জাইণ্ট [illegible] তুষ্ট না হইয়া মজুমদারের দুই পুত্র ও বাটীর দাস দাসী প্রভৃতিকে ধরিয়া লইয়া গিয়া হাজতে রাখিয়া কষ্ট দিতেছেন। রাষ্ট্র হইয়াছে এ জাইণ্ট মেজিষ্টর মজুমদারের পুত্রবধূদিগকে তলব করিয়া কাছারিতে হাজির করিয়া জোবানবন্দী লইবেন। সম্পাদক মহাশয়! যদি আপনি একবার মফস্বলে আসিয়া এই বিচারপতি মহামতিদিগের বিচার ব্যবহার দর্শন করেন কিছুই বিচিত্র বোধ করিবেন না। যাহা হউক আমি এক্ষণে দেখিতেছি যে ঐ ব্রাহ্মণ অর্থাদার প্রজার সহায়তা করিয়া ও হিল সাহেবের অবাধ্য হইয়া এককালে ধনে প্রাণে বিনষ্ট হইলেন। আবার জাইণ্ট মেজিষ্টর সাহেব যদি তাঁহার পুত্রবধূদিগকে তলব করেন তবে দেশাচারের দোষে তাঁহাকে সমাজচ্যুত ও জাতিভ্রষ্ট হইতে হইবেক। আমি আরো আপনাকে জানাইতেছি যে মজুমদার মহাশয় ও তাঁহার পুত্রেরা অতি সুশীল ও শিষ্ট।

পরিশেষে হিন্দু পেট্রিয়ট ও ইণ্ডিয়ান ফীল্ড এবং ইণ্ডিয়ান রিফর্ম্মার সম্পাদক মহাশয়দিগের নিকটে আমার প্রার্থনা এই যে তাঁহারা অনুগ্রহপূর্ব্বক আমার এই পত্রের মর্ম্ম ইংরাজীতে অনুবাদ করিয়া আপন আপন পত্রিকাতে প্রকাশ করিলে আমি তাঁহাদিগের নিকট পরমোপকৃত হইব। কিমধিকম

১২৬৯। ১০ই জ্যৈষ্ঠ।

প্রাপ্ত।

মহাশয়!

প্রচলিত প্রথা, ব্যবহার অথবা সংস্কারের বিরোধী হইয়া কোন কথা বলিতে গেলে অগ্রেই মূর্খ দুঃসাহস, নির্লজ্জ প্রভৃতি উপাধি লইতে প্রস্তুত হইতে হয়। যিনি কোন বিষয়ের উৎকর্ষ সাধন করিতেছেন, তাঁহারই এই ভাগ্য হইয়াছে গালিলিও, লুথর ও রামমোহন রায় প্রভৃতি উহার দৃষ্টান্ত স্থল ও আমার অবলম্বন। ১৭ বৈশাখের সোমপ্রকাশে আমি বাবু [illegible] কালী মজুমদার প্রণীত [illegible] দিগের [illegible] জন্য [illegible] ও [illegible] বিষয়ে [illegible]

অভিপ্রায় ব্যক্ত করি, তাহাতে প্রভাকরের এক জন পত্রপ্রেরক আমার উপর অতিশয় বিরক্ত হইয়া আমাকে "প্রবোধ প্রভাকর" "হিত প্রভাকর" "প্রভাকরের পুরাতন ফাইল" পাঠ করিতে কহিয়াছেন। তর্ক বিনা কোন বিষয়ের মিমাংসা হয়না, অতএব আমার প্রস্তাব যে সর্ব্বসাধারণের এক ব্যক্তিরও নিকটে খণ্ডনীয় বোধ হইয়াছে ইহা আমার আহ্লাদের বিষয় বলিতে হইবে।

পত্রপ্রেরক প্রথমতঃ লিখিয়াছেন আমি ঈশ্বর বাবুর লিখিত উৎকৃষ্ট কবিতাদি পাঠ করি নাই। "ঈশ্বর গুপ্তের বিরচিত কবিতার ভাব, মূল, তাৎপর্য্য, উপদেশ, ও স্বভাবের যথার্থ বর্ণন যে প্রকার সুললিত অথচ সরল ভাবে প্রকাশ হইয়াছে, তাঁহার কবিত্ব শক্তি কল্পনারূপ রথে আরোহণ করিয়া উর্দ্ধগমনে যে প্রকার সমর্থ হইয়াছে, তিনি কবিতা কুসুমে যে প্রকার নব সৌন্দর্য্য ও প্রেমবাৎসল্য প্রভৃতি কবিতার উপযোগী অতি উপাদেয় নব নব রস প্রকাশ করিয়াছেন, আমি এমত বলিতে পারি গুণাকর ভারতচন্দ্র রায়ের লিখিত বিদ্যাসুন্দরে সেই রূপ পরম রমণীয় রস বর্ণিত হয় নাই।" ঈশ্বর গুপ্তের সমুদায় রচিত কবিতা আমি পাঠ করিনাই সত্য, কিন্তু যে হিত প্রভাকর ও প্রবোধ প্রভাকর আমাদিগের পত্রপ্রেরকের মধ্যে সর্ব্বোৎকৃষ্ট, এবং যাহা এদেশের আবাল বৃদ্ধ বনিতা সকলেই আদর পূর্ব্বক পাঠ করিয়াছেন, তাহা আমি আদ্যোপান্ত পাঠ করিয়াছি। এই পুস্তক দুই খানিতে ঈশ্বর গুপ্তের উদ্ভাবনী শক্তির কিছু মাত্র পরিচয় পাওয়া যাইতেছে না। তিনি অন্যের ভাব চুরি করিয়া [illegible] বানাইয়াছেন এই মাত্র। সত্য কথা বলিতে [illegible] এই পুস্তক দুই খানি মুদ্রিত না করাই ভাল ছিল। পত্রপ্রেরক ঈশ্বর গুপ্তের [illegible] বর্ণনায় প্রশংসা করিয়াছেন। পাঠকগণ দেখুন নিম্নে লিখিত কয়েক পংক্তিতে বস্তু [illegible] স্বভাব বর্ণনা আছে:-

গোপীগঞ্জে বাস করে, গোপীনাথ নাম ধরে
গণ্ডপরা গোপ এক জন
কারো সহ নাহি দ্বন্দ্ব, নাহি জানে ভাল মন্দ
সদানন্দ পূর্ণ তার মন।
ব্যভিচারিণী দারা তার, কাণাকাণি সমাচার,
ঠারে ঠোরে শোনে দ্বারে দ্বারে।
চোখে নাহি দৃষ্ট হয়, শুনরে শুনরে ক্রয়,
হাতে নোতে ধরিতে না পারে। ॥ ৯

পদ্যে কবি বর্ণনা করিয়াছেন গোপ কুটম্বের বাটী যাইবার ছল করিয়া আপনার খাটের নীচে লুকাইয়ে থাকে (মরিয় গোপের খট্টা।) রাত্রিযোগে তাহার স্ত্রী উপপতি সহ শয়ন করে, সে তাহা প্রত্যক্ষ করে। তথাপি উক্ত স্ত্রীলোক হঠাৎ স্বামীকে দেখিতে পাইয়া তাহার কাল্পনিক প্রশংসা করাতে গোপ তাহাতে ভুলিয়া গিয়া তাহাকে সতী স্থির করিল। ইহাতে যেমন স্বভাব বর্ণনা তেমনি কাব্য ও তেমনি উপদেশ। যে ব্যক্তি "গণ্ডপরা" হইল তাহার কিরূপে দুর্গতি সম্ভাবিত হয়? পর ব্যক্তির নিজ স্ত্রীকে উপপতি সহ দর্শন করিয়া সেই অসতীর বাক্যে বিমোহিত হওয়া যায় বা কিরূপে সম্ভব হয়?

*

সুন্দ উপসুন্দ।

সুন্দ উপসুন্দের প্রতি।

আর কেন মর হোলে রূপবতী হেরে।
মর মর রক্তগঙ্গা বোয়ে দুই ফেরে ॥
সমরেতে এখনিই যাবি যেথে যেথে।
দেখ দেখ দেখ তোদে একে মারে সেবে।
মরণ নিকট তোর রহিয়াছে ঘেরে।
পড়িবি কালের হাতে পালাতে না পেরে ॥
পায়ে ধোরে একই নারী আমারেই ফেরে।
বিষয় বিভব যত দুই গিয়ে মেরে ॥
কেন বল কথা কোন আঁখি ঠেরে ঠেরে।
পাঠাইল যমালয় এক মত মেরে ॥
কোন মুখে তুলাধার নিতে চাস এরে।
মর মর [illegible] ভাগা খেয়ে দুই ফেরে ॥
উপসুন্দ। মুকুরেতে মুখ দেখ কালামুখো কালা।
[illegible] কেন [illegible] জ্বালা [illegible] ॥
[illegible] নারী [illegible] মালা।
দুই [illegible] এতো ঘোর জ্বালা ॥
[illegible] পালা পালা।
[illegible] কালা কালা।
তুই মিথি প্রিয়তমা, এরূপসী বালী ॥
সেতবে কেমনে নিবি আর দেখি শালা।

সুন্দ উপসুন্দের যুদ্ধ ও যুদ্ধ বিচ্ছেদ বৃত্তান্ত বীররস প্রধান কাব্যেরই বর্ণনীয়। বীররসে কি ঈদৃশ ভাষা ও ভাব ভাল লাগে? যাহারা ত্রিলোক জয় করিয়া ছিল, তাহারা কখন এত মূর্খ হইতে পারে না যে ভ্রাতাকে "শালা" বলে (১) কোন ব্যক্তি ইহা পাঠ করিয়া বলিবেন, ঈশ্বর গুপ্তের ভাবসৌষ্ঠব ও অর্থের উদার্য্যবোধ ছিল, পত্রপ্রেরক যে "নব নব রসের কথা" বলিয়াছেন, তাহা আমাদিগের জানিতে বাকী রহিল

যথার্থ বিষয়ের বর্ণনা বিষয়ে ঈশ্বর গুপ্তের কবিত্ব শক্তি অপ্রতিহত ছিল না। উপহাস রসিকতা ও অশ্লীল প্রসঙ্গে তাঁহার বিশেষ ক্ষমতা ছিল। মাসমান সাহেবের প্রতি বিদ্রূপ করিয়া তিনি যে প্রকার রচনা করিয়াছিলেন, আমি অন্যত্র তাদৃশ রচনা দর্শন করিনাই। কেবল উপহাস রসিকতা প্রদর্শন করিতে পারিলেই কিছু কেহ মহাকবি বলিয়া পরিগণিত হইতে পারেন না। যাহার রচনা দ্বারা অন্তঃকরণের নানা প্রকার ভাব উচ্ছলিত ও ক্রোধাদি উদ্দীপ্ত হয়, তিনিই মহাকবি বলিয়া পরিগণিত হন। কবি যে স্থলে শোক বর্ণনা করিয়াছেন তথায় পাঠকের অন্তঃকরণ শোকাক্রান্ত ও নয়ন যুগল অশ্রু জলে পূর্ণ হইবে, যুদ্ধের সময়ে চিত্ত উৎসাহে পরিপূরিত হইবে, স্বদেশের গৌরব ও দুর্গতি সমাচার শুনিয়া মন আকাঙ্ক্ষিত ও দুঃখিত হইবে। এমত যে কবি পাঠকের মনকে আলেকজণ্ডারের গায়কের ন্যায় স্বেচ্ছানুসারে ইতস্ততঃ লইয়া যাইতে পারেন, তিনি যথার্থ কবি। স্বদেশে শোক মাৎসর্য্যাদির উদ্দীপন হয় ঈশ্বর গুপ্ত এমত কি লিখিয়াছেন? প্রায় ২৫ বৎসর

*

(১) বাল্মীকি ব্যাস প্রভৃতি যে সকল কবিগণ চরিত্র রচনা করিয়াছেন তাঁহারা শত্রুর প্রতি "দুষ্ট" [illegible] প্রভৃতি বাক্য প্রয়োগ করেন নাই। [illegible] কোন [illegible] বরং শত্রুকেও সম্মানে সম্বোধন করিয়াছেন। দুর্য্যোধন যুদ্ধ কালেও অর্জুনকে [illegible] সম্বোধন করিয়াছেন।

ল ব্যপিয়া তিনি যাহা প্রত্যর লেখেন তিনি হেন কিন্তু তাঁহার প্রণীত কোন কাব্যখানি াঠকের মন যথার্থ রূপে আকর্ষণ করিতেপা ? ফরাসী বিদ্রোহ কালে " মার্সেলিস, ম র মাবক গীতের ন্যায় তিনি কি কোন ব্য রচনা করিয়াছেন ? পত্র প্রেরক বলেন দি নীচের বিষয়ে গীত রচনা করিয়া দিয়া ন, যদি তিনি যথার্থ কবি হইতেন, তাহা হ- লে সেই গীতে কৃষকেরা নিঃসন্দেহ উৎসা- ত হইত। আমি নিশ্চয় করিয়া বলিতেপা- তাঁহার গীত কৃষকদিগের শত ভাগের ০ তম ভাগ শুনে নাই।

পত্র প্রেরক ঈশ্বর গুপ্তের যথার্থবিবাদিনী নার রুচিতের প্রশংসা করিয়াছেন। তদ্বি. আমার পুনরায় বক্তব্য এই, হয় তিনি বি- ভ্রমে পতিত হইয়াছেন, নতুবা তিনি সা- রণের চক্ষে ধূলি নিক্ষেপ চেষ্টায় আছেন ব্যক্তি তত্ত্ববোধিনীর মধ্যবিধ স্তোত্র পাঠ রিয়াছেন তাঁহার কি " হেন খ! তুমি ঈশ্বর ও আমিও ঈশ্বর গুপ্ত " প্রভৃতি প্রলাপ দু- কাব্য পাঠ করিয়া বিরক্তি জন্মে নাই

বিবিধ সংবাদ।

১৪ই জ্যৈষ্ঠ সোমবার।

ফিনিক্স সম্পাদক শুনিয়াছেন কর্ণেল ক্রস হেৰ রাজকার্য্য বিশেষের উপলক্ষে পারস্য শে গমন জন্য যাত্রা করিয়াছেন।

উক্ত সম্পাদক কহেন সম্বলপুরে রাস্তা র্মাণের উদ্যোগ হইতেছে। ইহাতে গবর্ণ- ন্টের অনেক ব্যয় হইবে। কটকের সর্ব্বস্থানে রম পথ নাই বলিয়া বড় কষ্ট হইয়া থাকে, সে এইবার দূর হইবে। এইরূপ অন্য অন্য নেরও কষ্ট দূর করিলে ভাল হয় না?

গোয়ালিয়ারের মহারাজ আগরায় গমন রিয়া মহাসমারোহপূর্ব্বক সেইস্থানের লোক- কে এক ভোজ দিয়াছেন। তত্রত্য কোন ল্যালয়ে ঐ টাকা দিলে অধিক উপকার ইত।

আলাহাবাদে উত্তরপশ্চিমাঞ্চলের রাজ- নী হইবে বলিয়া যে জনরব হয়, তাহা যে সত্য বলিয়া বোধ হইতেছে।

ফ্রিয়ানফিল্ড সম্পাদক কহেন সর হর্ড্‌- ৰী ফ্রেয়ার সাহেব পীড়িত হইয়া মান্দ্রাজে গমন করিয়াছেন। তিনি শীঘ্র সুস্থ হইয়া আ- সুন। বাঙ্গালিদিগকে গালি দিবার লোক কই?

আলাহাবাদগেজেট সম্পাদক কহেন, গত সপ্তাহে এত বৃষ্টি হইয়াছে যে গঙ্গা ও যমুনার জল দুইহাত বৃদ্ধি হইয়াছিল।

উক্ত সম্পাদক আরো কহেন আলাহাবাদে একজন বণিক ধনাঢ্য বলিয়া পরিচয় দিয়া ১০০০০ টাকা ঋণ করিয়া পলায়ন করিয়া- ছে। নগরে মধ্যে মধ্যে এইরূপ অনেক ধনী দেখা দিয়া থাকে, তথাপি লোকের চৈতন্য হয় না।

আউদ গেজেট সম্পাদক কহেন তথায় সোমবার রজনীযোগে অগ্নি লাগিয়া গোমতী নদীতীরের সমস্ত খড়ুয়া ঘর ভস্মাবশেষ হই য়াছে।

উক্ত পত্রের আলমোড়ার সংবাদদাতা ক হেন তথায় প্রত্যহ ঝড় ও বৃষ্টি হইতেছে, তা হাতে শস্যের ক্ষতি হইবার বিলক্ষণ সম্ভাবনা। কোনস্থানে হেউচেউ কোনস্থানে কিছুই নাই।

উক্ত সম্পাদক বলেন সীতাপুরে ভয়ানক ঝড় বৃষ্টি হইয়া গিয়াছে। তাদৃশ ব্যাপার কেহ কখন দেখেন নাই. প্রায় ৩ কিম্বা ৪ সের ওজনে শিল পড়িয়াছে এবং তদ্দারা বহু সংখ্য জীবহত্যা হইয়াছে। এতবড় শিল- ডাক্তর বুইষ্ট সাহেব কহিয়াছিলেন মান্দ্রাজে একবার বৃষ্টির সময় পড়িয়াছিল।

১৫ই জ্যৈষ্ঠ মঙ্গলবার

বারাসত এত দিন এক ক্ষুদ্র জেলা ছিল। সেখানে এক মাজিষ্ট্রেট ও ১ জন ডেপুটি মাজিষ্ট্রেট থাকিতেন, তদ্ভিন্ন পুলিসের কাছা রি আছে এবং বন্দীগণের থাকিবার এক জে- লখানা আছে। এক্ষণে সে সকল দিয়া সামা- ন্য এক বিভাগ হইল। একটি ডেপুটি মাজিষ্ট্রেট মাত্র থাকিবেন। বাবু অভয়চরণ মল্লিক সেই কর্ম্মে নিযুক্ত হইয়াছেন। বারাসতের, ডেপুটি মাজিষ্ট্রেটের অধীনে থাকা এই প্রথম হইল।

ফিনিক্স সম্পাদক কহেন এক জন সম্পা- দক লিখিয়াছেন, বিদ্যা শিক্ষা নিমিত্ত এদেশে গবর্ণমেন্ট বিদ্যালয়ে সাহায্য দান ও শ্রেণীর শিক্ষকদের বেতন বৃদ্ধি না করিয়া যদি পুস্ত- কালয় ও ইন্সপেক্টরের সংখ্যা বৃদ্ধি করেন, তাহা হইলে উত্তম হয়।

যত যদি পরিহাস না করিয়া থাকেন, তথা- বধি সকল বিদ্যালয় উঠাইয়া দিয়া, অন্যা- ন্যের কিছু বৃত্তির নিয়ম করিয়া দিলেও আরো ভাল হয়।

উক্ত সম্পাদক কহেন সম্প্রতি ইংলণ্ডে যে এগজিবিসন (মেলা) হইয়া গিয়াছে তা- হাতে কেবল সুইডনের ও প্রুসিয়ারাজ পুত্রেরা আসিয়াছিলেন, অন্য রাজ পুত্রেরা আইসেন নাই। বিশেষতঃ ফরাসির সম্রাটের আসিবার কথা অবধারণ ছিল, তিনিও আ- ইসেন নাই। ফিনিক্স সম্পাদক অনুমান করে- ন, রোমে যে ফরাসি সৈন্য আছে তাহাদি- গকে উঠিয়া আনা হয় নাই. এই কার্য্যটি ফরা- সি সম্রাট দুই নেপোলিয়নের বিরুদ্ধ কর্ম্ম হইতেছে, লার্ড পামরষ্টন এইরূপ বক্তৃতা করাতেই ফরাসি সম্রাট বিরক্ত হইয়া আই- সেন নাই।

উক্ত সম্পাদক আরো কহেন লেং সাহেবের সহিত সর চারলস উডের সদ্ভাব নাই। লেং সা- হেব বক্তৃতাকালে কহিয়াছিলেন এ দেশ হইতে ইংলণ্ডস্থ সৈন্যের যে ব্যয় দেওয়া যাইতেছে, তাহা অন্যায়। ষ্টেট সেক্রেটারির এই কথা মনোমত হয় নাই। বোধ হয় লেং সাহেবকে এখানে পুনরায় আসিতে দিবেন না। যদি সত্য হয় এ অংশে লেং সাহেবের দো- ষ নাই, ষ্টেট সেক্রেটারিরই অন্যায়।

ইংলিসমান সম্পাদক কহেন শিবরাজ দোহে নামে এক ব্যক্তি কোচবেহারের রাজার নিকট গিয়া লালা সাহেবের কনিষ্ঠ ভ্রাতা ব লিয়া পরিচয় দেয়। রাজা তাহাকে ধৃত করি- য়া ব্রিটিস কর্ম্মচারির হস্তে নিক্ষেপ করেন, কিন্তু সে ব্যক্তি তাহা স্বীকার করে নাই, সে কহে যে রাজা লোভ পরবশ হইয়া এতাদৃশ কর্ম্ম করিয়াছেন। কর্ম্মচারিরা তাহাকে পুন- রায় রাজার নিকট প্রেরণ করিয়াছেন। তবে কি রাজা গবর্ণমেন্টের প্রণয়লাভের জন্য এই রূপ করিয়াছেন?

মিরাটগেজেট সম্পাদক কহেন জোয়ান পুরে সমসেরসিং নামে এক ব্যক্তি বিদ্রোহ কাল অবধি এক অরণ্যে বাস করে, তাহার অধীনে অনেক লোক আছে বলিয়া তাহাকে

ধৃত করিতে পারে নাই। সম্প্রতি কাপ্তেন গ্রেহিন ১৫ জন পুলিস সৈন্য লইয়া ধৃত করিতে গিয়া ভয়ানক আঘাত পাইয়াছেন। তাঁহার জীবন সংশয়। খুলাইন সকল সময়ে প্রলোভনধারক হয় না।

১৩ জ্যৈষ্ঠ বুধবার।

ফিনিক্স সম্পাদক কহেন রুসরাজ সম্পাদক আপন পত্রে এক ব্যক্তির নিন্দা লিখিয়াছিলেন বলিয়া নূতন ফৌজদারি আইন মতে ধৃত হইয়া জেলে অবস্থিতি করিতেছেন, আগামি সেসনে তাঁহার বিচার হইবে। সম্পাদককে আমরা পূর্ব্বেই সাবধান করিয়াছিলাম, তাঁহার দুর্ব্বুদ্ধি।

বোম্বাই গাটর্জে রিবিউ সম্পাদক বলেন জেমজিবারে গবর্ণমেণ্টের প্রতিনিধি দাসব্যবসায়ের প্রতিবন্ধকতাচরণ করিয়াছেন বলিয়া আরবেরা তাঁহার জীবন নাশের চেষ্টা করিতেছেন, কিন্তু গবর্ণমেণ্ট সুলতানকে কহিয়া পাঠাইয়াছেন যদি কোন অত্যাচার হয়, তাঁহাকে অবিলম্বে রাজ্য পরিত্যাগ করিতে হইবে। সুলতান! মনুষ্য ব্যবসায় করিয়া লাভ করিবার কাল আর নাই।

ফিনিক্সের অহাগার সংবাদদাতা কহেন তথায় ওলাউঠার অতিশয় প্রাদুর্ভাব হইয়াছে। সম্প্রতি একটী ঝড় হইয়া গিয়াছে। ২ ছটাক ওজনে শিল এক পড়িয়াছিল যে ভূমি দেখা যায় নাই।

উক্ত সম্পাদক শুনিয়াছেন অম্বালায় অগ্নি লাগিয়া ৫০টী বাটী ভস্মসাৎ হইয়াছে।

উক্ত সম্পাদক আরো বলেন এক ব্যক্তি এক জনের মস্তক ছেদন করিয়া বাদীরে অর্পণ করিয়াছিল, সে ধৃত হইয়াছে, কিন্তু বাঙ্গালি জুরিরা তাহাকে নির্দোষ বলিয়া মুক্তি দিয়াছেন, একি সম্ভব?

ডেকান হেরাল্ড সম্পাদক কহেন, চিংচন নামে এক গ্রামে অগ্নি লাগিয়া ৭০০ বাটী দগ্ধ হইয়া গিয়াছে।

মান্দ্রাজ এথিনিয়ম সম্পাদক কহেন মহীশূরের রাজার অতিশয় পীড়া হইয়াছে, তাঁহার পুত্র নাই, যদি উত্তরাধিকারি নিযুক্ত না করেন, তাঁহার রাজ্য গবর্ণমেণ্টের হস্তে পতিত হইবে। সে সিদ্ধান্ত স্থির আছে।

বোম্বাই গাটজে রিবিউ সম্পাদক বলেন এদেশের লোকেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন শেষ করিয়া গবর্ণমেণ্টের অধীনে কর্ম্মের চেষ্টা না করিয়া আপন আপন চেষ্টায় অর্থ উপার্জ্জন করুন। বাণিজ্য ও অন্যান্য অনেক উপায় আছে। সৎপরামর্শ সন্দেহ নাই।

হরকরা সম্পাদক অবগত হইয়াছেন জুন মাসের শেষে রেইলওয়ে আলিগড় পর্য্যন্ত চলিবে এবং ডিসেম্বরে দিল্লী পর্য্যন্ত যাইবে।

বাঙ্গালি পত্র সম্পাদক কহেন বাবু রমাপ্রসাদ রায় উচ্চতর আদালতের এক জন জজ হইবেন এবং বাবু শম্ভুনাথ পণ্ডিত তাঁহার কর্ম্ম প্রাপ্ত হইবেন।

হরকরা সম্পাদক বলেন সাণ্ডিমান সাহেব মাসিক ৪০০০ টাকা বেতনে অডিটর জেনরেলের কর্ম্ম প্রাপ্ত হইয়াছেন।

বাঙ্গালি পত্র সম্পাদক শুনিয়াছেন সদরের জজেরা মুন্সেফদের বেতন বৃদ্ধির জন্য গবর্ণমেণ্টে লিখিয়াছেন: অতি উচিত কর্ম্ম হইয়াছে।

বাবু রমাপ্রসাদ রায়ের অতিশয় শক্ত পীড়া হইয়াছে। আজিও সুস্থ হইতে পারেন নাই।

অল্পদিন হইল ফুলিগোদানিবাসী শ্রীযুক্ত জগবন্ধু ভট্টাচার্য্যের অষ্টাদশবর্ষদেশীয় একটি পুত্র সূর্য্যপুরের পূর্ব্ব নবগ্রামে বিদ্যালয়ে গমন করিয়াছিল। ঐ বালক সন্তরণ জানিত না, স্নান করিতে গিয়া পুষ্করিণীতে জলমগ্ন হইয়া প্রাণত্যাগ করিয়াছে।

১৭ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার।

ইংলিসম্যান সম্পাদক শুনিয়াছেন, বারাকপুরের সেনা দলের প্রতি সসজ্জ থাকিবার আজ্ঞা হইয়াছে। আফগানের যুদ্ধে যাইবার জন্য ত নয়?

দিল্লী গেজেট সম্পাদক কহেন আমাদের সতর্ক থাকা আবশ্যক বিধায় করিয়া এ দেশীয়দিগের হস্তে বারুদ ও অস্ত্র শস্ত্র প্রভৃতি রাখা উচিত নহে, ১৮৫৭-৫৮ অব্দের কথা এখন কেহ বিস্মৃত হয় নাই, অস্ত্র না লইয়া একাকী গমন করা যুক্তিসিদ্ধ নহে এবং দেশীয় সমাচার পত্রের প্রতি দৃষ্টি রাখা কর্ত্তব্য, এই সকল মহাপুরুষেরাই বিদ্রোহ ঘটাইবার কারণ।

আউড গেজেট সম্পাদক কহেন তথা ১৪ দিনের মধ্যে ১৪টী ব্যাঘ্র মারা হইয়াছে।

ঢাকা নিউসের এক জন পত্র প্রেরক কহেন, তথায় এক জন আসেসর এক বলিয়া রিপোর্ট করিয়াছেন অপর সময় বলিয়া এইবা টাকা জরিমানা হইল নচেৎ অধিক হইত কা সেসনটির আইন বিলক্ষণ অধিকার আছে

বাঙ্গালি সম্পাদক কহেন বিলাতে যত উন্নতি হইতেছে তত মনুষ্য হত্যার নূতন নূতন উপায় উদ্ভাবিত হইতেছে। কেহবা বন্দুকের গুলি অধিক দূর যাইবার উপায় করিতেছেন, কেহ কামান দ্বারা বহু সংখ্য লোক মারিবার চেষ্টা করিতেছেন, কেহ বারুদ দ্বারা একবারে সমস্ত সেনা দল ধ্বংস করিবার চেষ্টা পাইতেছেন, যে উপায়ে হউক, ধন নাশ হইলেই হইল, অর্থ ধ্বংস হইলে পুনরায় পাওয়া যায় কিন্তু মনুষ্যের জীবন সেরূপ নহে। উক্ত সোসাইটি অবস্থায় প্রাণিবধ সভ্যতার বিরুদ্ধ নহে।

১৮ই জ্যৈষ্ঠ শুক্রবার।

সমাচার সিন্ধুস্থানী সম্পাদক করাচির এক পত্রে দর্শন করিয়াছেন যে এক জন সিপাহি আপন সহধর্ম্মিণী ও ঐ স্ত্রীর সহোদরাকে হত্যা করিয়াছে। তাহাকে ধৃত করা হইয়াছিল, কিন্তু তরবারি দ্বারা সে আপন জীবন শেষ করিয়া দণ্ডের কষ্ট হইতে মুক্ত হইয়াছে।

সমাচার পত্রে ছোট আদালতের মোকদ্দমার বৃত্তান্ত লিখিত হয় বলিয়া অনেকে অসন্তোষ প্রকাশ করিতেছেন। ঐ লোকেরা নামের সে সকল বৃত্তান্ত লিখিত হইলে তাহাদিগকে অধীনে রাখা ভার হইল উচিত। ফিনিক্স সম্পাদক আপন রিপোর্টারকে উক্ত আদালতে যাইতে নিষেধ করিয়াছেন। বাঙ্গালিরা কেরা দুষ্কর্ম করিয়া ধরা পড়িবার ভয় বেচক্ষু মুদিত করিয়া থাকে, এ উপায়টি সেইরূপ হই।

হরকরা সম্পাদক বলেন, সর মর্টাইমার -এল সাহেব গত ১৩ই মে মান্দ্রাজ হইতে ...লিতে যাত্রা করিয়াছেন। কেন? এ দেশের ...াক বলিয়া নয়, এ দেশের জল বায়ু তাঁ-...র সহ্য হইল না।

ইংলিসম্যান সম্পাদক সিরিয়া হইতে সং-...দ পাইয়াছেন, ইংলণ্ডেশ্বরীর জ্যেষ্ঠ পুত্র ...তি কষ্টে জীবন রক্ষা করিয়াছেন। তিনি ...ক দল আরবের হস্তে পতিত হইয়াছিলেন, ...ে অধিক লোক ছিল না। আরবেরা তাহা-...দের দ্রব্য সামগ্রী লুঠ করিবার উপক্রম ...রিলে এক ব্যক্তি কহিল ইংলণ্ডেশ্বরীর জ্যেষ্ঠ ...্র তাহাদের সমভিব্যাহারে আছেন, ইহা ...- করিয়া আরবেরা পলায়ন করিল।

বঙ্গদেশীয় লেপ্টেনণ্ট গবর্ণর অদ্য মাত ...রেলওয়ের পিয়ালির পুল দেখিতে গিয়া-...ছেন। আরো অনেক ভদ্র লোক তাঁহার ...ঙ্গে ছিলেন।

শ্রীরামপুরে একটি মনুষ্য হত্যা হইয়াছে। ...ব্যক্তি গমতার কর্ম্ম করিত, প্রত্যহ টাকা ...ইয়া যাইত. কিন্তু হত্যার দিন তাহার নিক-...ট টাকা ছিল না। দুরাত্মারা টাকা আছে ...ন করিয়াই তাহাকে বধ করিয়াছে। এখন ...রূপ পুলিস আছে. কেহ কাহাকে হত্যা ...রিবে মনে করিলে হত্যাকালে তাহার নিবা-...রণ সম্ভাবনা নাই।

১৯এ জ্যৈষ্ঠ শনিবার।

হরকরা সম্পাদক ২৬এ এপ্রেল পর্য্যন্তের ...র লিখিত আমেরিকার সম্বাদ পাইয়াছেন। ...ইয়র্কে একটী যুদ্ধ হইবার সম্ভাবনা ...ছে। ফরাসি দেশীয় যে কার্য্যকারক রিচমণ্ডে ...ন করিয়াছেন তাঁহার রাজকীয় ব্যাপার ...ত কোন উদ্দেশ্য আছে, তদ্বিষয়ে নানা ...র নানা প্রকার অনুমান করিতেছেন। সে-...পতি বরগার্ডের জাল চিঠী ধরা পড়িয়া ...। মাডেষ্টনের প্রস্তুত আয় ব্যয় হিসাব ...জেট) পার্লিমেণ্ট সভায় অনুমোদিত হই-...ছে। ৯ই মের পার্লিমেণ্টের সম্বাদ এই, আমে-...রিকায় যে বিবাদ উপস্থিত হইয়াছে, রাজ্ঞী ...ইংলণ্ড উভয় রাজ্য বল পূর্ব্বক তাহার ...ত্তি করিয়া দিবেন এবং দক্ষিণাংশের স্বা-

তীনেতার সম্বর্দ্ধন করিবেন বলিয়া যে জনরব হয়, তাহাতে সকলে প্রত্যয় করিতেছে। লার্ড পামরষ্টন পার্লিমেণ্ট সভায় ঐ প্রকার অভিপ্রায় প্রকাশ করিয়াছেন।

চীনদেশ হইতে সমাচার আসিয়াছে, ইংরাজ ও ফরাশি সেনারা সম্রাটের সেনার সহিত মিলিত হইয়া বিদ্রোহীদিগের হস্ত হইতে একটী নগর ও ১৩০০০০ ডলর মূল্যের দ্রব্য সামগ্রী হস্তগত করিয়াছেন।

৩রা মে পর্য্যন্তের ইউরোপীয়

সমাচার।

১লা মে ইংলণ্ডে এগজিবিসন (মেলা) আরম্ভ হইয়াছে।

সুইডনের ও রুসিয়ার রাজারা অর্থ আনিয়া সাহায্য করিতেছেন, প্রায় ৩৫০০০ লোক তথায় উপস্থিত হইয়াছিলেন।

সেনাপতি মেক্লিলেন সেনারা ইয়র্ক সহরের নিকটে আছে।

গবর্ণমেণ্টের যুদ্ধ জাহাজ ইয়র্ক সহরে অনেক তোপ করিয়াছিল, কিন্তু কোন অপকার করিতে পারে নাই।

পলাস্কিদুর্গ গবর্ণমেণ্টসেনাদিগের হস্তগত হইয়াছে।

পশ্চিম খণ্ডে সেনাপতি বরগার্ড এখন পর্যাণ্ডপরিস্থ অধিকার করিয়া আছেন।

গবর্ণমেণ্টসেনারা নিউ অর লিন্স আক্রমণকারিদিগকে আক্রমণ করিয়াছে।

ফরাসিদের ওয়াসিংটনের দূত বিশেষ কার্য্যানুরোধে রিচমণ্ডে গমন করিয়াছেন।

সভাপতি লিঙ্কলন কলম্বিয়ার দাসদিগকে মুক্ত করিবার পত্রে স্বাক্ষর করিয়াছেন।

সেনাপতি গয়ওন রোম পরিত্যাগ করিয়া অবিলম্বে ফরাসি দেশে প্রত্যাগমন করিবেন স্থির হইয়াছে

বিক্টর ইমানুএলকে অতি সমারোহে নেপলসে আহ্বান করা হইয়াছে।

লার্ড কানিং, ডিউক অব সমরসেট, আরল রসেল, লার্ড সাফটসবরি ও লার্ড ষ্টিষ্টন উইলিয়মকে গার্টার সম্মান প্রদত্ত হইবে।

লার্ড ক্যানিং ১৩ই এপ্রেল কোচিনে উপস্থিত হইয়াছেন। জাপানের দূতেরা ৩০এ এপ্রেল কোচিনে আসিয়াছেন এবং [illegible] ...স্থিত ছিলেন, আরল রসেলের সহিত [illegible] সাক্ষাৎ হইয়াছে।

লাঙ্কাসায়ারের দুঃখিদিগকে [illegible] ...বার জন্য চাঁদা হইতেছে। বেঙ্গল সিবিলিয়ানের ২ সংখ্যা ইউরোপীয় সৈন্যাধ্যক্ষ উঠাইয়া কেবল এডওয়ার্ড থাকর সাহেবেরা বিজ্ঞাপিত ভুল পাইবেন।

যে কারণে ইউরোপীয় ও এদেশীয় সেনা স্তব্ধ করা হইয়াছে, সর চার্লস উড সেই কারণ কমন্স হাউসের গোচর করিয়াছেন।

রুসিয়ার গবর্ণমেণ্ট নূতন ঋণ গ্রহণের যে চেষ্টা করেন, তাহা নিষ্ফল হইয়াছে।

মেক্সিকো গবর্ণমেণ্ট ফরাশিদিগের উপরে অন্যায় অত্যাচার করিয়াছেন, অতএব ফ্রেন্স হইতে মেক্সিকোতে সৈন্য ও যুদ্ধোপযোগি সামগ্রী প্রেরিত হইবে।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টনণ্ট গবর্ণরের

আদেশানুসারী নিয়োগ।

১৯এ মে—বাবু পূর্ণচন্দ্র রায় ১৮৬০ সালের ৩২ আইন অনুসারে কিছুকালের জন্য পাবনা ও ময়মনসিংহে আসেসর ও ডেপুটি কালেক্টর হইবেন।

নদ্দীপের সুনসেফ বাবু মহেশচন্দ্র রায় সর্ব্বত্রাখালিতে দ্বিতীয়শ্রেণির, অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইবেন।

২১এ মে—নবদ্বীপের আসেসর ও ডেপুটি কালেক্টর বাবু দ্বারকানাথ দে পঞ্চম শ্রেণিস্থ ছিলেন, চতুর্থ শ্রেণিস্থ হইয়াছেন।

নিম্ন লিখিত প্রতিনিধি ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরেরা ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

পূর্ণিয়ার বাবু উমাচরণ বন্দ্যোপাধ্যায়।

ফরিদপুরেরবাবু দীনবন্ধু মৌলিক।

রঙ্গপুরে জে, টেলর সাহেব।

২১এ—মে লেপ্টনেণ্ট, আর, নিসবি সাহেব ছোট নাগপুরে সহকারী কমিসনর হইবেন।

২২এ—মে নেটিব ডাক্তর শেখ নজু কোটচাঁদপুরের দাতব্য ঔষধালয়ের ভার প্রাপ্ত হইবেন।

২৭এ—মে কটকের প্রতিনিধি সিবিল ও

সেসিয়ান জজ ও, উক্ত সাহেব ঐ প্রদেশের সিবিল ও সেসিয়ান জজ, হইবেন।

আর এস, মোর সাহেব মুর্শিদার সিবিল ও সেসিয়ান জজ হইবেন কিন্তু যত দিন অন্য আজ্ঞা না হয় কটকের কমিসনরের প্রতিনিধি থাকিবেন।

বর্দ্ধমানের মাজিষ্ট্রেট ও কালেক্টর এস, এ, হগ সাহেব প্রথম শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন

দিনাজপুরের প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর এইচ, বি, সিমসন সাহেব দ্বিতীয় শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন

জে, পি,এইচ ওয়ার্ক সাহেব বাকেরগঞ্জে মাজিষ্ট্রেট,কালেক্টর ও লবণের এজেন্ট হইবেন কিন্তু যত দিন অন্য আজ্ঞা না হয় ২৪ পরগণার মাজিষ্ট্রেটের প্রতিনিধি থাকিবেন

জে, বিমস সাহেব দিনাজপুরে জাইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন কিন্তু যত দিন অন্য আজ্ঞা না হয় পুর্ণিয়ার মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধি থাকিবেন।

এইচ, এল, অলিফাণ্ট সাহেব দ্বিতীয় শ্রেণির জাইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

২৭এ—মে তারিখের কলিকাতা গেজেটের ৭ই জানুয়ারির বিজ্ঞাপন ভিন্ন সাধারণকে জ্ঞাত করা যাইতেছে যে ফৌজদারি আইনের ৩২২ ধারা মতে উক্ত আইনের ১৮ অধ্যায়ের সেসিয়ানে সমর্পণ যোগ্য মকদ্দমা সকলের ২৪ পরগণা হুগলি, বর্দ্ধমান মুরশিদাবাদ, নদীয়া, পাটনা ও ঢাকাতে জুরির দ্বারা বিচার হইবে।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু।

সবিনয় নিবেদন। মহাশয়! আমি শারীরিক পীড়া প্রযুক্ত অধিক দূরদেশে ভ্রমণ করিতে পারিতেছি না, অতএব মানস করিয়াছি যে নানা স্থানে ভ্রমণ করাতে যে সকল বিষয় আমার বঙ্গদেশের হিতকর বোধ হইয়াছে, তাহা লিখিয়া ক্রমশঃ শ্রীমন্মহ ভক্তি বাহিত করিব। প্রাধান্য প্রযুক্ত সর্ব্বতঃ এডুকেশন ডিপার্টমেণ্টের বিষয় লিখিতে হইল।

সকল কালেজেতেই শাখা বিদ্যালয় আছে, কিন্তু সংস্কৃত কালেজের কিছুই নাই। বর্ত্তমান অবস্থায় সংস্কৃত কালেজ দ্বারা যে বঙ্গদেশের কি পর্য্যন্ত উপকার হইতেছে, তাহা প্রায় সকলে অবগত আছেন, সুতরাং বিশেষ করিয়া লিখিবার প্রয়োজন নাই, বিশেষতঃ মফস্বলের লোকের সংস্কৃতের প্রতি ঐকান্তিকী আছে। অতএব যদি সংস্কৃত ও ইংরাজি উভয় দ্বারা শিক্ষা দেওয়া হয় তাহা হইলেই অতি অবকর্ত্ত অধিক যত্ন করিয়া বালকদিগকে শিখাইবার চেষ্টা পায়। বঙ্গদেশে চারিটী মাত্র সংস্কৃত ইংরাজি বিদ্যালয় আছে। দুর্ভাগ্যক্রমে গবর্ণমেণ্ট একটীতেও সাহায্য প্রদান করেন না। দ্বিতীয়তঃ এডুকেশন ডিপার্টমেণ্টের ডাইরেক্টর সাহেবের একটী কাউন্সেল থাকা বিধেয়। এক ব্যক্তির উদ্ভাবনী শক্তির উপর যাবতীয় বঙ্গদেশের শিক্ষা কার্য্যের ভার অর্পিত থাকা উচিত নয়। তৃতীয়তঃ মফস্বলে যাঁহারা বাঙ্গালা পাঠশালার তত্ত্বাবধায়ক ডেপুটী ইন্‌স্পেক্টর আছেন্ তাঁহাদিগের মধ্যে অনেকেই বাঙ্গালা কিছুই জানেন্ না। অতএব বাঙ্গালা পাঠশালা গুলি স্বতন্ত্র করিয়া সংস্কৃত কালেজের ছাত্রদিগকে তত্ত্বাবধান কার্য্যে নিযুক্ত করা বিধেয়। চতুর্থতঃ যে সকল ছাত্র মফস্বলের বাঙ্গালা পাঠশালা হইতে ছাত্র বৃত্তি পাইয়া কালেজে আইসে, এক্ষণে তাহাদিগের চারি বৎসর মাত্র ছাত্র বৃত্তি পাইবার নিয়ম আছে, কিন্তু তাহাদিগের অন্ততঃ ছয় বৎসর ছাত্র বৃত্তি পাওয়া বিধেয়। কারণ চারি বৎসরের মধ্যে তাহারা প্রবেশিকা পরীক্ষা দিয়া উঠিতে পারে না। ছাত্র বৃত্তি শেষ হইয়া গেলে আর বিদেশে থাকিয়া পড়িতেও পারে না। তাহারা নষ্ট যৌবন হওয়াই হইয়া থাকে অর্থাৎ কৃতবিদ্য না হইয়া পড়া ছাড়িয়া দিতে পারেনা, পড়িতেও পারে না, বাহুল্য ভয়ে আর লিখিতে পারিলাম না।

ভ্রমণকারিণঃ

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

সবিনয় নিবেদনং।

কএক মাস অতীত হইল, হালিসহর প্রভৃতি স্থানে চৌকিদারী ট্যাক্স সংগৃহীত হইতেছে,ইহা নির্দ্ধারিত হইবার সময় মাজিষ্ট্রেট সাহেব উক্ত গ্রামস্থ সকল ব্যক্তিকে উক্ত ট্যাক্স নির্দ্ধারণের ভার দেন। তাঁহাতে নির্দ্ধারকগণ অর্থাৎ পঞ্চাইতগণ) একপ্রকার করিয়া ট্যাক্স নির্দ্ধারণ করিয়াছেন যে তাহা, সম্পূর্ণ অন্যায়। উঁহাদের অনেক আত্মীয় ব্যক্তি ও আত্মীয় যাঁহারা অহঙ্কারিত ব্যক্তি (ধনিক হইলে ত কথাই নাই) ধনবান্ হইলেও তাঁহাদের ট্যাক্স এত অল্প পরিমাণে নির্দ্ধারিত করিয়াছেন যে তাহা বলা যায় না, এমন কি /০ এক আনা মাসিক ট্যাক্স অনেকের নির্দ্ধারিত হইয়াছে। আর যাহারা অসমর্থ ও অনাশ্রিত (তাহারা যদি পঞ্চাইতগণের আত্মীয় না হয়) তাঁহাদিগকে পঞ্চাইতদের ধনী আত্মীয় অপেক্ষা দ্বিগুণ ও চতুর্গুণ ট্যাক্স দিতে হইতেছে। সাধারণ বিদ্যালয় ও দেবমন্দির প্রভৃতি স্থানে যে স্থানে উপাসনাদি হয় সে স্থানের ট্যাক্স লইবার নিয়ম নাই কিন্তু আমাদের দেশের ট্যাক্স নির্দ্ধারকগণ তাহার অনুযায়ী কার্য্য করেন না। মান্য পান করিবার স্থানের ট্যাক্স করেন নাই কিন্তু ভক্তদের রহস্য বিহার করিবার স্থানের ট্যাক্স করেন নাই কিন্তু যেখানে ঈশ্বরের উপাসনা হয়, যেখানে সেই নিরবদ্য নিরঞ্জনের স্তুতি পাঠ হয়, "পঞ্চাইতগণ" কেবল সেই পবিত্র ব্রাহ্মসমাজের ট্যাক্স অধিক পরিমাণে নির্দ্ধারিত করিয়াছেন। কি পরিতাপ! হালিসহরে এখনও বিলক্ষণ প্রাদুর্ভাব আছে। সম্পাদক মহাশয়! এইরূপ নীচ প্রকৃতি ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি হইলে দেশের যথেষ্ট অপকারের সম্ভাবনা।

১৫ জ্যৈষ্ঠ ১২৬৭ কস্যচিৎ হালিসহর নিবাসিনঃ

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয়েষু।

মহাশয়! আমাদিগের দেশের সন্তানদিগের মধ্যে কে কেমন সৎ, কে কেমন দেশহিতৈষী তাহা তাঁহাদিগের কার্য্যের দ্বারা প্রকাশ পাইয়া থাকে। ভাস্তাড়া নিবাসী শ্রীযুক্ত বাবু ... দিগের কএকটী মহৎ কার্য্যে আমরা চমৎকৃত হইয়াছি। বিদ্যালয় অথবা পুস্তকালয়ের জন্য কখন ২ কেহ টাকা দিয়া থাকেন কিন্তু ... যাচক হইয়া কখন কাহাকে কিছু দিতে দেখা যায় না, গত বৎসর যজ্ঞেশ্বর বাবু উপযাচক হইয়া ... চন্দননগর বিদ্যালয়ের জন্য ৭৫ টাকা পাঠাইয়া দেন। তাহাতে আমরা অতিশয় বাধিত হইয়া ... তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতে একান্ত অভিলাষী ছিলাম। সংপ্রতি গ্রীষ্মের অবকাশ থাকাতে দুই বন্ধুতে একত্রিত হইয়া উক্ত বাবুর সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলাম। ষ্টেশন হইতে নামিয়া শুনিলাম যে তথা হইতে ... বাটী পর্য্যন্ত ৩ ক্রোশ প্রকাশ্য পথ উক্ত বাবুদিগের ব্যয়ে নির্ম্মিত হইয়াছে। পথে ...

...য় পাঁকো আছে এবং সংপ্রতি একটী পুষ্করিণী ...খনন হইতেছে, তাহাতে ৬।৭ শত টাকা ব্যয় ...এক গ্রামের নিকট বর্ত্তী হইয়া ... ঘাট উৎকৃষ্ট এবং প্রতি বৎসর নিয়মিত ...র সংস্কার করা হইয়া থাকে। বাবুদিগের ...টীর সম্মুখে একটী ইংরাজি বিদ্যালয় আছে ...তাহার ব্যয় নির্ব্বাহার্থে তাঁহারা ৩০ টাকা ...মাসিক দান করিয়া থাকেন এবং গবর্ণমেণ্ট হ-...ত ঐ পরিমাণে সাহায্য পাওয়া যায়, অন্যান্য ...শিক্ষকদিগের ন্যায় যজ্ঞেশ্বর বাবু শুভ অ-...র আকুলতা করত কাল যাপন না করিয়া স্বয়ং স-...হ বিদ্যালয়ে গিয়া বালকদিগের ধর্ম্ম উপদেশ ...দিয়া থাকেন, শুনিতে পাই তাহাতে স্কুলের ...ডেপুটী বাবু অতিশয় ক্রুদ্ধ হইয়াছিলেন, অব-...কি হইতে পারেন, বিদ্যালয়ে ধর্ম্ম উপদেশ ...অনেক ডেপুটী বাবু দিগের মধ্যে কখনই এমন ...যায় যে কেহ উপায়লাভ করিয়া থাকেন, সে-... বিদ্যাসাগর প্রচলিত বিধবাবিবাহের প্রতি ...থাকাতে তাঁহার প্রতিষ্ঠিত বালিকা বি-...অথবা আদর্শ বিদ্যালয় উঠাইয়া দিবার ...পান। যজ্ঞেশ্বর বাবুর বিদ্যালয়ের একটী ...পণ্ডিত ব্রাহ্মধর্ম্মে ঐকান্তিক ভক্তি থা-...রক্ষোপবীত ফেলিয়া দিয়াছেন। তাহাতে ...সমস্ত গ্রাম তাবৎ ব্রাহ্মণে তাঁহাকে একঘরিয়া ...করিবার চেষ্টা করিয়া ছিলেন, কিন্তু উক্ত বাবু ...সকলকে একত্রিত করিয়া কহিলেন, আপনারা ... মহাশয়কে একঘরে করাতে আমাদিগকে ...একঘরে করা হইতেছে সুতরাং তাহা হ-...তে তাঁহারা ক্ষান্ত হইলেন। মহাশয় কলাবের ...যোগিনী শক্তি ... কলায় পাইলে কাহারও ...বিচার থাকে না। যজ্ঞেশ্বর বাবুর যত্নে ...একটী বালিকা বিদ্যালয় স্থাপিত হইয়াছে তা-...তে ৩০ টি ভদ্রলোকের কন্যা অধ্যয়ন করিয়া ...কে এবং উক্ত বাবু স্বয়ং তাহাদিগের শিক্ষা ...য় থাকেন। বিধবাবিবাহে তাঁহার বিশেষ ...অনুরাগ দৃষ্ট হইল এবং গ্রামে কেহ শীঘ্র বিধবা ...হ করেন এমত একান্ত ইচ্ছা। ব্রাহ্মধর্ম্ম ...র বহুপ্রদোমাত্তি আছে, যে হেতু তিনি ...কাহাকে পৌত্তলিক ধর্ম্মে দীক্ষিত ...হইতে দেন নাই। গ্রামে একটী ডাক্তার ও চি-...কিৎসালয় প্রতিষ্ঠা করিবার চেষ্টায় আ-...ছেন বিষয় কর্ম্ম তিনি স্বয়ং নিজে দেখিয়া ...থাকেন, এবং অতিশয় মিতব্যয়ী। তাহাদিগের ...অতিশয় সদ্ভাব এবং গ্রামের সকলেই ...তাঁহার গুণানুকীর্ত্তন করিয়া থাকেন। বঙ্গদেশের ...এবং ধনাঢ্য লোকেরা যজ্ঞেশ্বর বাবুর ন্যায় দেশহিতৈষী হইলে অচিরাৎ এই হতভাগ্য দেশের দুরবস্থা দূরীকৃত হইতে পারে।

শ্রীতারাশঙ্কর চট্টোপাধ্যায়।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয়েষু।

মহাশয়! আমরা ঈশ্বরের নিকটে অন্তঃকরণের সহিত প্রার্থনা করিতেছি যে সোমপ্রকাশ দীর্ঘজীবী হউক। সোমপ্রকাশের কৃপায় আমরা অনেক ক্লেশ হইতে মুক্ত হইয়াছি। আমরা পূর্ব্বে যে ডেপুটী বাবুর কথা লিখিয়াছিলাম, তিনি কখানি সোমপ্রকাশ পাঠ করিয়া একবারে চমকিয়া গিয়াছেন। এক্ষণে প্রতিদিন নয়টার সময় আসিয়া চারিটা পর্য্যন্ত কার্য্য করিতেছেন, আর সাক্ষি সকল আসিবা মাত্র জবানবন্দি হইতেছে, স্বয়ং উটু ক্রয়ের দোষ স্বীকার করিয়া রিপোর্ট করিয়াছেন। সম্পাদক মহাশয়! ডেপুটী বাবু এইরূপে ক্রয় করিয়া অনেক গরু জীর্ণ করিয়াছেন, আহা! উটটী কোন রূপেই জীর্ণ করিতে পারিলেন না। যাহা হউক যে ব্যক্তি এক মাস পূর্ব্বে ডেপুটী বাবুর কার্য্য দেখিয়া বিদেশে গিয়াছে, পরে যদি স্বদেশে আসিয়া ডেপুটী বাবুর এক্ষণকার কার্য্য দেখে তাহা হইলে ইহাঁকে চিনিতে পারিবে না। বোধ করিবে যেন সে ডেপুটী বাবুই নয়, আর এক ব্যক্তি আসিয়াছে। যাহা হউক আমরা কমিসনর সাহেবের বিচার দেখিয়া অবাক হইয়াছি! তিনি লিখিয়াছেন যে এবার ডেপুটী মাজিষ্ট্রেটের অপরাধ মার্জ্জনা করা গেল, তিনি যেন ভবিষ্যতে সাবধান হন। এই একবার বলিলে নয়, যে ব্যক্তি হাকিম হইয়া পুনঃ পুনঃ আইন নিষিদ্ধ কার্য্য করিতেছেন, যদি আইন ভালরূপে না জানেন, তিনি হাকিমি করিতে আসিয়াছেন কেন? বিশেষতঃ দণ্ডবিধি আইনে এইরূপ কার্য্য করিলে গুরুতর দণ্ড হইবার বিধান আছে। আমরা অবিকল ঐ আইনটী উদ্ধৃত করিয়া দিলাম।

১৬৯ ধারা। রাজকীয় কার্য্যকারক যে কোন ব্যক্তি রাজকীয় কার্য্যকারক হওয়াতে কোন বিশেষ সম্পত্তি ক্রয় করিতে কিম্বা তন্নিমিত্তে নীলামে ডাকিতে আইন মতে নিষিদ্ধ হয়, সে যদি আপনার কি অন্যের নামে কিম্বা অন্যেরদের সহযোগে কি অংশ করিয়া সেইরূপ সম্পত্তি ক্রয় করে কি তাহার নিমিত্তে নীলামে ডাকে, তবে সে দুই বৎসরের অনধিক কোন কাল পর্য্যন্ত বিনা পরিশ্রমে কয়েদ হইবে কিম্বা তাহার অর্থদণ্ড কি ঐ উভয় দণ্ড হইবেক ও... সম্পত্তি যদি ক্রয় করিয়া থাকে তবে ঐ সম্পত্তি... দণ্ড হইবেক ইতি।

...কাশী...

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয় সমীপেষু।

সম্পাদক মহাশয়! সোমপ্রকাশ পত্রিকা... খানি আমাদের বড়ই আদরের সামগ্রী, সুতরাং... তদমধ্যে অস্মদ্দেশীয় লোকের এবং ভিন্ন দেশস্থ... যাঁহারা এদেশে বাস করিতেছেন, তাঁহাদের... অবিবেচনার কার্য্য প্রণালী সকল প্রকটিত হই... লে কালে অবশ্যই তাহার কিছু না কিছু শো... ধিত হইবে ভরসা করিয়া নিম্নস্থ একটি বিষ... য়ের সারমাত্র গ্রহণ করিয়া আপনার কাছে পা... ঠাইতেছি, সোমপ্রকাশে স্থান দিয়া বাধিত ক... রিবেন।

অতি অল্প দিবস অতীত হইল আমাদের... এই পাবনার অধীনস্থ দুইজন ভূম্যধিকারি... পরস্পর কলহ করিয়া আপত্তি উপস্থিত হয়... ঐ পক্ষদ্বয়ের মধ্যে অপেক্ষাকৃত ... অথচ ন্যায্য পক্ষাশ্রয়ী ব্যক্তি আপনার ... ব্যয় ভাবিয়া মফস্বল তদারকের জন্য আমিনের... প্রার্থনা করেন, তাঁহার সেই প্রার্থনানুসারে... উপস্থিত বিচারকেরা বিবেচনা করিয়া (পূর্ব্বে... যাহাকে অসৎকোচগ্রাহী বলিয়া জানিতেন... এমন একজন) বেতনভুক্ত মহরির আমিনকে... মফস্বলে পাঠাইয়া দেন। তিনি আসিয়ামাত্র... ধনরূপ ভূত তাঁহার পিছনে লাগে, পরিশেষে... তিনি প্রতিবাদির পক্ষে জয় পতাকা উড়াইয়া... প্রস্থান করিয়াছেন। এখন দুর্ব্বল পক্ষের ভাগে... যে কি ঘটে, তাহা বলিতে পারি না।

কিছু দিন হইল কোন এক ফৌজদারি মোক... দ্দমায় সাক্ষ্য দিবার জন্য তাঁতিবন্দ নিবাসী... শ্রীযুক্ত বাবু বিজয়গোবিন্দ চৌধুরী মহাশয়... এই পাবনার ডেপুটি মাজিষ্ট্রেট শ্রীযুক্তবাবু প... চন্দ্র মুখোপাধ্যায় মহাশয়ের কাছারিতে উপ... স্থিত হইলে তিনি বিনাপরাধে চৌধুরী মহা... শয়কে গালি দেন। সম্পাদক মহাশয়! যাম... ধন, তাহার কিছুকাল পরেই চৌধুরী মহা... শয় অবশ্যই বিশেষ করিয়া সদরে জানাই... এখানকার মাজিষ্ট্রেটের প্রতি তাহার ... আজ্ঞা জানিবার আদেশ হইয়াছে। তি... লাম বোয়ালিয়ার কমিসনর সাহেব মা... তদন্ত করিয়া ঐ বিষয়ের ন্যায্য বিচার করিবেন... কাকে যেমন দেখি তাহা আপনাকে জানাইব...

...শ করিব। সম্পাদক মহাশয়! বাঙ্গালির আর নিস্তার নাই, সহরেও গালি, মফস্বলেও গালি, বিবেচনা ছিল স্বদেশীয় বিচারক হইলে বুঝি গালি খাওয়া হইতে বাঁচা যাইবে। কিন্তু তা কোথায়, এখন দেখিতেছি, যেমন মা, তেমন ঝি, তার উপর তার মাজিষ্ট্রেটী।

অতি অল্পদিন গত হইল ডেপুটি ইনস্পেক্টর যোগাবিশ সাহেব খুলনানাক্ষ্কুলে উপস্থিত হইয়া তত্রত্য প্রথম শ্রেণীর কএকজন ছাত্রকে পাদুক চরণ দ্বারা বিলক্ষণ সম্মান করিয়া গিয়াছেন। এইত চাই ফিরিঙ্গীর বাচ্চা কি না। শুনিলাম ঐ স্কুলে এরূপ অনেক সাহসী ছাত্র আছে, তাহারা না কি এরূপ প্রশ্ন করিলে পাঁচ প্রকারে তাহার উত্তর দিয়া প্রশ্নকর্তাকে অবাক করে।

সম্পাদক মহাশয়! এ প্রদেশের নীলকর শ্রীমানেরা এক্ষণে বল ত্যাগ করিয়া ছলে প্রজাদের সর্ব্বনাশ করিতে আরম্ভ করিয়াছেন। তার মধ্যে আবার আমেলার হুজ্জাৎএও অনেককে কষ্ট ভোগ করিতে হইতেছে। জনৈক প্রজা ঐ সকল ক্লেশে ক্লেশিত হইয়া যে একটী গীত প্রস্তুত করিয়াছে, তাহা শুনুন।

সুর।

আমি আছিগো তারিণী ধনী তব পায়।



রৈলে কোথা গো দুঃখীন প্রজার জীবন,
সহে অন্ন, যায় জীবন,
মাগো বারেক আসি তারহ ত,
দেখে যা গো দুঃখকেতে,
কি দুঃখেতে আছে তোর প্রজাগণ।
যা ছিল নীলেতে সব নিয়েছে,
কেবল পরাণ মাত্র অবশেষ রয়েছে,
অন্ন বিনে শীর্ণ দেহ হয়েছে,
শোকানলে দগ্ধ বপু হতেছে,
মাগো কোথা যাব বল আর,
কিসে পাইব নিস্তার,
উপায় না দেখে ঝুরে দুনয়ন॥
লিখিতে লিখিতে লিখেছি অংশ,
দিয়ে কর তার পরে করিবো তুফানে তল,
বল কিসে বল পাব জননি,
খাস জমি হৈতে যায় পরাণী
ও মা কবাবে আবোদ্য স্থান,
করালে যে বিষ পান,
আকি আন হারাবেন প্রাণ ধন।
কিছু দিন-বার দিয়ে যোগণ,
বলেছিলেন আমাদের ঘুচাইবে যাতনা,
এখন বারেক ফিরে সুধাও না,
তাকি খবর কেন চাও না,
দিয়ে আশা রৈলাম মনে,
তাপালে দুঃখানলে,
এখন অকুলে দৈ গো মগন॥

বিদেশী বলিয়ে কি গো এত দ্বারে,
এ হেতু বধির হয়ে কব না কি শুনিতে না,
এ কোন আচার বুঝা নৈলো তার,
এই কি উচিত তবে, মা তোমার,
মাগো বিদেশী মা, বলে বটি,
তারে কি বর্জ্জন বিধি,
কোন বিধি লিখেছে এ দুঃখীর লিখন।
তারিখ ২৬এ বৈশাখ ১২৬৮ সাল

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয়েষু।

বিনয়পূর্ব্বক নিবেদনমিদং।

গত ২৫। বৈশাখের সোমপ্রকাশে “ আদালতে সকল মকদ্দমার সুবিচার কেন হয় না ? ” এই প্রস্তাবটী দেখিয়া কিছু লিখিতেছি, অনুগ্রহ পূর্ব্বক পত্রখানি সংশোধন করিয়া, সোমপ্রকাশে স্থান দান করিলে বাধিত হইব।

হাবড়ার মুন্সেফীআদালতটী শ্রীযুক্ত বাবু নীলমণি মিত্র মহাশয়ের সময়াবধি জীবন মুক্তি ধারণ করিয়াছে। তিনি নিজে বড় মানুষ, বোধ হয় কেবল অনুগতদিগের হিতার্থই তাঁহার চাকরী করা। তাঁহার সময়ে সেরেস্তাদার সীতানাথ বসুর একাধিপত্য ছিল।

অনন্তর অল্পদিনের জন্য শ্রীযুক্ত বাবু নরোত্তম মল্লিক মহাশয় ঐ পদে প্রতিনিধি থাকিয়া, সুবিচার দ্বারা যশ বিস্তার করিয়া ছিলেন।

এক্ষণে শ্রীযুক্ত বাবু হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় মুন্সেফী আসন অধিকার করিয়াছেন। ইনি উচ্চউপাধি প্রাপ্ত সুশিক্ষিত লোক, ইহাঁর দ্বারা সুবিচার লাভের প্রত্যাশা করিয়াছিলাম কিন্তু দুর্ভাগ্য বশতঃ ইঁহার কএকটি কার্য্যে নিতান্ত দুঃখিত হইয়াছি।

আমলাদের উপরিলাভের কথা আপনকার পাঠকবর্গের অবিদিত নাই, কিন্তু এ আদালতে অতিশয় বাড়াবাড়ী হইয়া উঠিয়াছে।

প্রত্যেক আরজী দাখিলে ।০ আনা প্রত্যেক এজেহারে ।৵০ আনা প্রত্যেক সাক্ষীর ৮ ফিরী দেখাইতে ৵ আনা প্রত্যেক সমনজারী করাইতে ।০ আনা এবং প্রত্যেক সাক্ষীর জোবানবন্দীতে ৷৵ আনা হিসাবে, আমলা বাবুরা উভয় পক্ষেরই নিকট হইতে লইয়া থাকেন। এমন কি উহা তাঁহাদের মায়া পাওনা হইয়া পড়িয়াছে। ইহার উপর যে পক্ষ যত অধিক দেয় তাহার কাজ তত্রূপ করিয়া থাকেন।

মহাশয়! ১০ টাকার একটী মকদ্দমার আনুমানিক ১৫ টাকা ঘুস দিতে হয় এঅবস্থায় ঐরূপ লোকের কি আদালতে আসা উচিত ? বিচারপতিদের অমনোযোগিতাই আমলাদের এরূপ অত্যাচার হইবার প্রধান কারণ।

এক্ষণকার আদালত কেবল কতকগুলি উকিল মোক্তার সাক্ষী এবং অশিক্ষিত ও অসচ্চরিত্র আমলাদের অন্নদাতা হইয়াছে। গবর্ণমেণ্ট আর কতদিন এবিষয়ে উদাসীন থাকিবেন? আদালতের জন্য না জানি আর কতদিন থাকিবেন? বিচারাসন আর কত কালই বা মহাত্মগণ দান করিতে হইবে?

বিনয়পূর্ব্বক জানাইতেছি গবর্ণমেণ্ট নিম্ন লিখিত দুটী বিষয়ে সবিশেষ মনোযোগ করেন।

১ম। বিচারপতিদিগের যেমন আইনের পরীক্ষা লওয়া হয়, তেমনি যোগ্যতা ও চরিত্রের পরীক্ষা লওয়ার রীতিপ্রবর্ত্তিত করা উচিত। যে বিষয়ে তিনি বিশেষ খ্যাতি লাভ না করিতে পারিবেন, তিনি কদাপি বিচারপতি পদের যোগ্য না হন। অধিক লেখাপড়া জানিলেও যে অনেকের চরিত্র মন্দ থাকে, ইহার ভুরি দৃষ্টান্ত দেখিতে পাওয়া যায়।

২য়। আদালতের আমলাদিগের পরীক্ষা লইবার রীতি প্রচলিত হউক। সুশিক্ষিত ও সচ্চরিত্র লোককে অধিক বেতনে নিযুক্ত করা হউক। ইহাতে গবর্ণমেণ্টের যে ক্ষতি হইবে তৎপূরণের উপায় বলিতেছি।

এক্ষণে আদালতে ষ্টাম্প প্রভৃতি যে কর অবধারিত আছে, তাহা বিবেচনামত বাড়াইয়া দিলেই যথেষ্ট লাভ হইবে। ইহাতে সাধারণের ও ক্ষতি হইবে না।

এক্ষণে বিচারপতি মহাশয়দিগকে অনুরোধ করিতেছি তাঁহারা বিবেচনা করুন যে কিয়দ্দিবস বিচারপতিরা পূর্ব্বে এদেশীয়েরা কিরূপ দুরবস্থাগ্রস্ত ছিলেন, এক্ষণে যে পদমর্য্যাদার উন্নতি দেখা যাইতেছে, সে কেবল ন্যায়পরতা গুণেই হইয়াছে সন্দেহ নাই। সকল বিচারপতি যদি শ্রীযুক্ত বাবু হরচন্দ্র ঘোষ ও শ্রীযুক্ত বাবু কাশীশ্বর মিত্র প্রভৃতি ন্যায়পরায়ণ বিচারপতিগণের গুণের অনুকরণে যত্নশীল হন, বিচার কর্ত্তার দোষে যে অনিষ্ট ঘটিতেছে, তাহা নিবারণ হইবে।

সত্যবাদী

এই পত্র কলিকাতার দক্ষিণ পূর্ব্ব সীমায় ... সোনারপুর ষ্টেশনের দক্ষিণ চাঙ্গড়িপোতা গ্রামে শ্রীযুক্ত দ্বারকানাথ বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার প্রাতে প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

"প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ম হীয়তাং"

৪ ভাগ। ৩০ সংখ্যা। | সন ১২৬৯ । ২৮ জ্যৈষ্ঠ । ইং ১৮৬২ । ৯ জুন | বার্ষিক মূল্য ৬ টাকা বার্ষিক অগ্রিম ১০ টাকা

সোমপ্রকাশ।

২৮ এ জ্যৈষ্ঠ সোমবার।

আমাদের চা করগণ ও মেজর হপকিন্সন।

অত্যাচারকারিদিগের পক্ষে কি অলক্ষণে কালই পড়িয়াছে. তাহাদিগের অত্যাচারকারিতা ও স্বার্থপরতা আর গোপন রহিতেছে না। নীলকর ও চা-করেরা আপনাদিগকে এ দেশের "শ্রীবৃদ্ধিকারী" বলিয়া পরিচয় দিয়া থাকেন। তাঁহারা বলেন, "আমরা বন পরিপূর্ণ ভূমি পরিষ্কৃত করিয়া তন্মধ্যে নীল, চা, প্রভৃতি বপন করিতেছি, আমাদিগের চেষ্টায় অনেক দ্রব্য উৎপন্ন হইতেছে, এবং আমরা যে সকল দ্রব্য বিদেশে রপ্তানি করিতেছি, তাহাতে শুল্ক স্বরূপ সরকারের অনেক টাকা লাভ হইতেছে।" কিন্তু আমরা ভারতবর্ষের, বিশেষতঃ কৃষক ও শ্রমজীবি ব্যক্তিদিগের অনিষ্ট বিনা ইষ্টলাভ দেখিতেছি না। শ্রীবৃদ্ধিকারিদিগের হস্তে পতিত হওয়াতে তাহাদিগকে চিরকাল কষ্ট ভোগ করিতে হইতেছে। তাহাদিগের যে কেবল স্বাধীনতা বিলুপ্ত হইয়াছে এরূপ নহে, তাহারা শরীর সমর্পণ করিয়াও উদর পূরণপর্য্যাপ্ত অর্থ লাভে সমর্থ হইতেছে না। নীলপ্রধান প্রদেশের প্রজাগণের দুর্দ্দশার বিষয় এক্ষণ আর অপ্রমাণ নাই। চা-প্রধান প্রদেশেও ইহা ক্রমশঃ সপ্রমাণ হইতেছে।

আমাদের চা-করেরা পূর্ব্বে প্রত্যেক মজুরকে প্রতি মাসে ২।।০ টাকা করিয়া বেতন দিতেন; ক্রমশঃ বেতন বৃদ্ধি হইয়া ৪।।০ হয়। এক্ষণে পরিশ্রমের যে প্রকার মূল্য ও গৌরব বৃদ্ধি হইয়াছে, তাহাতে ৪।।০ টাকা মাসিক বেতন অধিক নয়। এ বেতনে এখন মজুর পাওয়া যায়না। অল্প দিন হইল, আসামের অন্তর্গত দেবরুগড়ের একজিকিউটিব ইঞ্জিনিয়র প্রত্যেক মজুরকে প্রত্যহ চারি আনা করিয়া মজুরী দিতে আরম্ভ করিয়াছেন; সুতরাং অত্রত্য চা-করেরা আর অল্প বেতনে মজুর পাইতেছেন না, তাহাতে তাঁহারা সাতিশয় বিরক্ত হইয়া লক্ষীপুরের সহকারী কমিসনর মেজর বিবারের নিকট এই বলিয়া আবেদন করেন যে একজিকিউটিব ইঞ্জিনিয়রের প্রতি এই আদেশ দেওয়া হয় যে চা-করেরা মজুরদিগকে যে হিসাবে বেতন দিয়া থাকেন, তিনিও সেই হিসাবে বেতন দেন। পাঠকবর্গের স্মরণ থাকিতে পারে, এই মেজর বিবার চা-করদিগের অনুরোধে পড়িয়া একবার এই অভিপ্রায়ে গবর্ণমেণ্টে লিখিয়াছিলেন, আসামের লোকেরা মজুরী করে না, চা-করেরা মজুর পাইতেছেন না, অতএব আসামের লোকের প্রতি অধিক কর ধার্য্যের অনুমতি হইলে তাহাদিগকে অবশ্য মজুরী করিতে হইবে। গবর্ণমেণ্ট এই কথা শুনিয়া তাঁহাকে ভর্ৎসনা করিয়াছিলেন।

মেজর বিবার চা-করদিগের অনুরোধে এবার স্পষ্টাক্ষরে লিখিয়াছেন, মজুরদিগের বেতন না কমাইলে "সভ্যতার পথপ্রদর্শকদিগকে (চা-করদিগকে!!) কুঠী বন্ধ করিতে হয়।" আমাদের কমিসনর মেজর হপকিন্সন এই পত্র পাইয়া বঙ্গে-[illegible]ষীয় গবর্ণমেণ্টকে মেজর বিবারের কথা অগ্রাহ্য করিবার অনুরোধ করেন। কমিসনর স্পষ্ট রূপে সপ্রমাণ করিয়াছেন [illegible] সামের চা করেরা মাসে মজুরদিগকে

১০টাকা বেতন দিলেও তাহাদিগের [illegible] হয় না। তিনি বলেন "আমাদের [illegible] স্বভাবতঃ শ্রম করিতে অনিচ্ছু, বিদেশীয় মজুরী করাকে [illegible] জ্ঞান করে। অপ বেতন দিয়া [illegible] করিয়া [illegible] বা [illegible] ইং [illegible] অবস্থা [illegible] লোককে প্রত [illegible] আই [illegible] হেন, চা-করা [illegible] গের আনীত বিদেশীয় মজুরদিগের প্রতি [illegible] অর্পণ করিতেছেন না। মেজর [illegible] লিয়াছেন তিনবৎসরের মধ্যে লক্ষীপুরে ২৪ লক্ষ টাকার চা জন্মিবে. তদ্ভিন্ন বীজের মূল্য স্বতন্ত্র আছে। যদি ৪০০০ লোক কর্ম করে, তাহা হইলে প্রত্যেক মজুর ৬০০ টাকার চা উৎপাদন করিতেছে। অনায়াসে শতকরা ২০ টাকা ব্যয়করা যায়; এবং মজুরেরাও মাসে ১০ টাকা করিয়া পাইতে পারে।" স্বচ্ছন্দে যদি ১০ টাকা দেওয়া যায়, তবে শ্রীবৃদ্ধিকারীরা মজুরদিগের প্রতিব্যক্তিকে প্রতিদিন চারি আনা করিয়া দিতে কাতর কেন?

মেজর হপকিন্স আপনার প্রশংসনীয় পত্রের এক স্থানে লিখিয়াছেন "চা-করেরা বলেন, তাঁহারা দেশের শ্রীবৃদ্ধি করিতেছেন। শ্রীবৃদ্ধি কাহাকে বলে? বনপরিপূর্ণ ভূমি পরিষ্কৃত করিলেই কি দেশের শ্রীবৃদ্ধি হইল? যদি দেশের লোকের অর্থ বৃদ্ধি না হয়, তাহাহইলে ভূমিপতিত থাকাই শ্রেয়ঃ।— বার্তা [illegible] ইহাকে সৌভাগ্য বলেন না।" মেজরের এই কএকটী বাক্য স্বর্ণময় অক্ষরপঙ্ক্তি দ্বারা লিখিবার যোগ্য। এতদ্দ্বারা কি স্পষ্ট করে এই কথা কহা হইতেছে না যে দেশের শ্রীবৃদ্ধিকারিতারূপ কঞ্চুক দ্বারা আবৃত হইয়া তাঁহারা কেবল আপনাদিগের অর্থ বৃদ্ধি করিতেছেন এইমাত্র। যাহারা অধিক বেতন পাইবার যোগ্য, তাঁহাদিগকে অল্প বেতন দিয়া বলপূর্ব্বক খাটাইয়া লওয়া কি অত্যাচার নহে? ঢাকা প্রকাশের কাছাড়ের সংবাদদাতা এক দিন চা-করদিগের অত্যাচারের বিষয় যে লিখিয়া আসিতে [illegible] তাহা কি মিথ্যা? যে সকল সম্পাদক [illegible] কে [illegible] কি [illegible] দিগের [illegible] লেখনী [illegible] শাহজী [illegible] সাহেবের চা কোম্পানির [illegible] মাকে ও কার্টিং সাহেবের চরিত্রের বিষয় যেরূপ শুনা যাইতেছে তাহা যদি সত্য হয় তাদৃশ লোকের অধীনে মজুরের প্রতি অত্যাচার হওয়া কি অসম্ভাবিত? যাহা হউক, লেপ্টনণ্ট গবর্ণর বীডন সাহেব এই বিষয়ের প্রসঙ্গে লিখিয়াছেন, চা করদিগের মজুর সকলকে লোভ প্রদর্শন করিয়া ছাড়াইয়া লওয়া গবর্ণমেণ্টের অভিপ্রেত নহে, কিন্তু চা-করদিগের কর্ত্তব্য যে তাঁহারা মজুরদিগকে যথোচিত বেতন দেন।

আমরা বরাবর যে কথা কহিয়া আসিতেছি, গবর্ণমেণ্টও সেই কথা বলিলেন; মজুরদিগকে পর্য্যাপ্ত বেতন দান মূলধনের অধিকারী ও শ্রমজীবি উভয়েরই উপকারক। আডাম স্মিথ কহিয়াছেন, মূলধন সঞ্চিত রাখিয়া যথোচিত ব্যয় করাতে তাহার হানি হয় না। পরিশ্রমের মূল্য যথোচিত রূপে না দিলেই শেষে ক্ষতি গ্রস্ত হইতে হয়। নীলকরেরা ঠেকিয়া এই নিয়মের তাৎপর্য্য স্বীকার করিয়াছেন। নীলকরদিগের দৃষ্টান্ত দেখিয়া চা-করদিগের শিক্ষা করা কর্ত্তব্য। এক্ষণে রেইলওয়ে প্রভৃতিতে মজুরেরা অনায়াসে প্রত্যহ চারি অথবা ছয় আনা উপার্জ্জন করিতেছে। এখন এমন নির্ব্বোধ কে আছে যে অল্প বেতনে অধিক শ্রম করিয়া চা ক্ষেত্রে প্রচার কপ দক্ষিণা গ্রহণ করিবে? নীলপ্রধান প্রদেশের কৃষক দিগের সহিত চা ক্ষেত্রের মজুরদিগের বহু প্রভেদ আছে। নীল প্রদেশের প্রজারা নীলকরদিগের [illegible] না ভূমির [illegible] অধিককাল অত্যাচার সহ্য করিয়াছে, চা ক্ষেত্রের মজুরদিগের অত্যাচার [illegible] করিবার সে কারণ নাই [illegible] কণ্ট্রাক্টবিল [illegible] (সুখের বিষয় এই [illegible] হপকিন্সের এই আইন বিধিবদ্ধ কর[illegible] [illegible] বলেন) হইলেও চা-করদিগের অভীষ্টলাভের সম্ভাবনা নাই। মজুরের কণ্ট্রাক্ট লইয়া [illegible] অত্যাচার সহ[illegible] করিবে না।

আমরা চা-কর দিগকে পুনর্ব্বার সতর্ক করিয়া দিতেছি, তাঁহারা যেন কখন নীলকরদিগের দৃষ্টান্তের অনুসরণ না করেন। লাণ্ড হোলডার্স সভা তাঁহাদিগকে [illegible] মশঃ পথে আনিয়া দল বল বৃদ্ধি করিবার চেষ্টায় আছেন। চা-করেরা যেন সাবধান হন, তাঁহাদিগের কথায় বিশ্বাস না করেন। তাঁহারা যদি আর কিছু কাল নীলকরগণের ন্যায় অত্যাচার করেন, তাহা হইলে তাঁহাদিগকে ভারতবর্ষ ত্যাগ করিতে হ[illegible]বে।

-০০-

অত্রত্য কতিপয় ইংরাজ সম্পাদকের অদূরদর্শিতা।

কাজকর্ম না থাকিলে মানুষের ম[illegible] পরানিষ্টচিন্তায় ও কুকর্ম্মে ধাবমান হ[illegible] এই যে একটী প্রসিদ্ধ কথা আছে, ই[illegible] অযথার্থ নহে। সাধুগণ ইহার লক্ষ[illegible] স্থল না হউন, কিন্তু ইহার যাথার্থ্য বহু[illegible] পরীক্ষিত হইয়াছে। ইহার প্রতিপোষ[illegible] আর একটী প্রসিদ্ধ বাক্য আছে। সে[illegible] এই "বসে বসে করি কি, খুড়ার" নাবে[illegible] পেয়াদা দি।" কর্ম না থাকিলে পিতৃব্যে[illegible] অনিষ্টচিন্তাও গর্হিত বলিয়া বোধ হয় [illegible] অত্রত্য কতিপয় ইংরাজ সমাচারপত্র সম্[illegible] দকের এই গতি দেখা যাইতেছে। য[illegible] তাঁহাদিগের লিখিবার কোন বিষয় [illegible] থাকে, সেই সময়েই তাঁহারা এদেশীয় [illegible] গের অনিষ্টচিন্তায় প্রবৃত্ত হন। আজি [illegible]

না। অমুক সম্পাদক বলিলেন, এতদ্দেশীয়েরা অতিশয় অকর্ম্মণ্য ও অলস; ইহাদিগকে কোন গুরুতর রাজকর্ম্ম দেওয়া উচিত নয়। অমুক কহিলেন, এদেশের লোক অত্যন্ত প্রতারক, ইহাদিগের হস্তে বিশ্বাসযোগ্য কাজ দেওয়া বিধেয় হয় না। আর এক জন আর এক দিক হইতে তারস্বরে বলিয়া উঠিলেন, এতদ্দেশীয়দিগকে অস্ত্র শস্ত্র ব্যবহার করিতে দিলে নিঃসংশয় বিদ্রোহ ঘটিবে। অন্য সম্পাদক মনে করিলেন, সকল সম্পাদকই আপন আপন সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিতেছেন, আমার মৌনী থাকা উচিত হইতেছে না। এই ভাবিয়া তিনিও এই বলিয়া আপনার বুদ্ধি ভাণ্ডারের দ্বার উদ্ঘাটন করিয়া দিলেন যে, এদেশের লোককে অধিক লেখাপড়া শিখান উচিত নয়, তাহা হইলে পরিণামে ভারতবর্ষ ইংরাজ জাতির হস্ত পরিভ্রষ্ট হইয়া যাইবে। আর এক জন বা এই বলিয়া আপনার বাহাদুরী প্রকাশ করিলেন, ইংরাজ জাতি এতদ্দেশের বিজেতা, এ দেশীয়েরা বিজিত; অতএব উভয় জাতির সম্বন্ধে একবিধ ব্যবস্থা প্রণয়ন করিয়া বিজিতের প্রশ্রয় বৃদ্ধি করা কোনক্রমেই বিধেয় নহে।

এবম্বিধ অসারগর্ভ দূষিত বচনোপন্যাস ইংরাজ সম্পাদকদিগের অদূরদর্শিতার ফল সন্দেহ নাই। তাঁহারা মনে করেন, গবর্ণমেণ্টের বড় হিত করিতেছেন। কিন্তু ভ্রান্তি বশতঃ তাঁহারা বুঝিতে পারেন না যে তাঁহাদিগের তুল্য অহিতকারী আর নাই। প্রজার অনুরাগ ও বিরাগের উপরে রাজশ্রীর স্থায়িত্ব ও অস্থায়িত্ব নির্ভর করিতেছে। উক্ত সম্পাদকেরা যে পরামর্শ দিতেছেন, আমাদিগের গবর্ণমেণ্ট যদি তদনুসরণ করেন, গবর্ণমেণ্টের প্রজার অনুরাগ ভাজন হইবার কি সম্ভাবনা আছে? পরামর্শের অনুসরণ দূরে থাকুক, সম্পাদকেরা যে উক্তপ্রকার বাক্য ব্যয় করিতেছেন, তাহাতেও ইংরাজ জাতির উপরে এদেশীয়দিগের বিদ্বেষ বুদ্ধি জন্মিতেছে। যে জাতি প্রজার বিদ্বেষ ভাজন হয়, তাহার রাজশ্রী কখন স্থায়িনী হয় না। সম্পাদকগণ! তোমরা কি প্রজার অনুরাগ লাভ চেষ্টাকে অকিঞ্চিৎকর জ্ঞান করিতেছ? অস্ত্রবল দ্বারা ভারতবর্ষকে চির কাল স্ববশে রাখিবে, তোমরা কি এই মনোরথ করিতেছ? এ তোমাদিগের দুর্ম্মনোরথ সন্দেহ নাই। ইতিহাস ইহার বিপরীত কথা কহিতেছে। কোন রাজা কখন এবম্বিধ উপায় অবলম্বন করিয়া রাজ্যপদ দীর্ঘকাল স্বহস্তে রাখিতে সমর্থ হন নাই।

আমরা তোমাদিগকে অনুরোধ করিতেছি, তোমরা স্থির চিত্তে একটী বিষয়ের বিবেচনা কর। তোমরা যে ভারতবর্ষকে বশে রাখিবার উদ্দেশে এত স্বার্থপরতা ও নীচাশয়তা প্রকাশ করিতেছ, সে ভারতবর্ষ কোন্ জাতির পৈতৃক বাসভূমি? সেই জাতি যদি তোমাদিগের হস্ত হইতে ভারতবর্ষকে লইয়া স্বয়ং পালন করিতে পারে, তাহাতেই বা ক্ষতি কি? তোমাদিগের অপেক্ষা সেই জাতির ইহাতে সমধিক স্বত্ব আছে। তোমরা আপনাদিগকে মুক্ত রাখিয়া এদেশীয় সমাচার পত্রের কার্য্য দর্শনার্থ লোক নিয়োগ প্রস্তাব লইয়া মত্ত হইয়াছ, কিন্তু যদি অনুধাবন করিয়া দেখ, তোমাদিগেরই কার্য্য দর্শনার্থ অগ্রে লোক নিয়োগ আবশ্যক। তোমরা যে সমস্ত বাক্য প্রয়োগ কর, তাহা বিদ্রোহাগ্নি প্রজ্বলিত করিয়া দেয়, কিন্তু এদেশীয় সম্পাদকদিগের বচনাবলী বিদ্রোহোদ্দীপনী নহে। এদেশীয় সমাচার পত্রে এদেশীয়দিগের যে যে অভিপ্রায় প্রকটিত হয়, গবর্ণমেণ্ট যদি সেই গুলি বিবেচনা করিয়া কার্য্য করেন, বিদ্রোহ সম্ভাবনা থাকে না। এক জনের বাক্য বিদ্রোহের উদ্দীপন করিতেছে, আর এক জনের বাক্য তাহা নির্ব্বাণ করিতেছে, এ উভয়ের মধ্যে গবর্ণমেণ্টের প্রকৃত হিতকারী কে?

জমীদারদিগের সুশিক্ষা বিরহেই এদেশের সম্যক উন্নতি হইতেছে না।

এখন উন্নতির কাল। সমুদায় দেশের সমুদায় বিষয়ই প্রায় এখন উন্নতির দিকে ধাবমান হইয়াছে। আমাদিগের দেশও এ নিয়মবহির্ভূত নহে। কিন্তু এদেশের যেরূপ উন্নতি হওয়া উচিত, সেরূপ হইতেছে না। অন্য অন্য দেশের অপেক্ষা এ দেশের সবিশেষ শ্রীবৃদ্ধি হইবার বিশিষ্ট কারণ আছে। ব্রিটিশ গবর্ণমেণ্টের অধিকারে আমাদিগের বাস। এ গবর্ণমেণ্টের আন্তরিক ইচ্ছা এই যে আমাদিগের যে যে অংশে অনুন্নতি আছে, তাহা দূরীভূত হইয়া সর্ব্বাঙ্গীন উন্নতিলাভ হয়। চিরন্তন কুসংস্কার প্রভৃতি উন্নতির যে সমস্ত দুরতিক্রম প্রতিবন্ধক আছে, তাহা অপসারিত করিবার নিমিত্ত বাহুল্য রূপে বিদ্যার আলোক বিস্তার করিবার যথোচিত চেষ্টা হইতেছে। তথাপি আমরা বাঞ্ছিতফলে বঞ্চিত হইতেছি, তাহার কারণ কি?

এই কারণের অনুসন্ধানে প্রবৃত্ত হইয়া অনেকে অনেকবিধ কারণের নির্দ্দেশ করিবেন সন্দেহ নাই। কিন্তু আমাদিগের মতে জমীদারদিগের সুশিক্ষা বিরহই প্রকৃত কারণ। এদেশের লোকেরা প্রাচীন আচার ব্যবহারাদির নিতান্ত অনুরক্ত; ঐ সকলের সংশোধন নিবন্ধন ইহাঁরা যার পর নাই কষ্ট পাইতেছেন, তথাপি উহার দোষকে দোষজ্ঞান করেন না, একথা আমরা অস্বীকার করি না। কিন্তু জমীদারেরা যদি সুশিক্ষিত হইতেন এতদিন ঐ সকল বিষয়ের কাজিক ও পরিবর্ত্ত হইয়া দেশের সবিশেষ শ্রীবৃদ্ধি হইত সন্দেহ নাই। এদেশে জমীদারদিগের সর্ব্বতোমুখী প্রভুতা আছে; অধিকাংশ লোকেই তাঁহাদিগের বাধ্য; যাঁহারা জাত্যংশে শ্রেষ্ঠ, তাঁহাদিগকেও জমীদারের নিকটে গরুড়াকৃতি হইয়া থাকিতে হয়, জমীদারদিগের বাক্য

অনেকরা আত্যন্তিক সাহসেরু কর্ম। ফলতঃ
তাহারা যদি কোন বিষয়ের পরিবর্ত্তে কৃত
সংকল্প ও অধ্যবসায়বান হন, তাঁহাদিগের
চেষ্টা কখন বিফল হয় না। আমাদিগের
দেশের আচার ব্যবহারাদির কখন কোন
পরিবর্ত্ত হয় নাই একপ নহে। পূর্ব্বে সমুদ্র
গমনাদির প্রতিষেধ ছিল না, প্রবলব্যক্তিরা
একবাক্য হইয়া তাহার নিষেধ করিয়াছেন।
প্রাচীন কালের ব্রাহ্মণাদি বর্ণের যে আ
চার ব্যবহার ছিল, এখন তাহার বহু পরি
বর্ত্ত হইয়াছে। তদানীন্তন ব্রাহ্মণ ও ই
দানীন্তন ব্রাহ্মণ উভয়কে একত্র করিবার
যদি কোন উপায় থাকিত, তাহা হইলে উ
ভয়কে এক বর্ণ বলিয়া কোন ক্রমেই চিনা
যাইত না। তখনকার ব্রাহ্মণেরা দীর্ঘকেশ
ও শ্মশ্রু নখাদি ধারণ করিতেন, এখনকা
র ব্রাহ্মণেরা মুণ্ডিতকেশ ও ওষ্ঠের উপ
রি ও গে শ্মশ্রুধারী দৃষ্ট হন। তদানীন্ত
ন ব্রাহ্মণেরা সায়ং প্রাতঃ ও মধ্যাহ্ন এই
ত্রিকালে ত্রিসন্ধ্যা, নিত্য হোম ও বেদপাঠ
না করিতেন, ইদানীন্তন ব্রাহ্মণদিগের
হোমাদি বিষয়ে জলাঞ্জলি দান ও ব্রাহ্মণরা
লা সার হইয়াছে। শূদ্রেরাই তদানীন্তন
ব্রাহ্মণদিগের শুশ্রূষা করিতেন, ইদানীন্ত
ন ব্রাহ্মণেরা শূদ্রশুশ্রূষু হইয়াছেন। তদা
নীন্তন ব্রাহ্মণেরা বিনা বেদাধ্যয়ন জল গ্রহ
ণ করিতেন না, ইদানীন্তন ব্রাহ্মণদিগের
অনেকে বেদ কয়টী তাহাও অবগত নহে
ন। তদানীন্তন ব্রাহ্মণেরা প্রাণপণে সত্য
* শৌচ, অস্তেয়, ইন্দ্রিয়নিগ্রহ প্রভৃ
তি দশবিধ ধর্ম প্রতিপালন করিতেন, ই
দানীন্তন ব্রাহ্মণদিগের অনেকে ঐ সক
লে জলাঞ্জলি দিয়া স্বদেশের দুর্নামের হে

* ধৃতিঃ ক্ষমা দমোঽস্তেয়ং শৌচমিন্দ্রিয়নিগ্রহঃ
ধীর্বিদ্যা সত্যমক্রোধো দশকং ধর্মলক্ষণং।
মনুঃ

অস্তোষ, ক্ষমা, চিত্তের বিকার না হওয়া, অ
ন্যায় করিয়া পরধন গ্রহণ না করা, মৃজ্জলদ্বারা
দেহ শুদ্ধি, বিষয় হইতে চক্ষুরাদির বারণ,
শাস্ত্রজ্ঞান, আত্মজ্ঞান, সত্য ও ক্রোধের অনুদয়।

তুভূত হইয়াছেন। এইরূপ অন্য অন্য ব
র্ণেরও আচার ব্যতিক্রম ঘটিয়াছে।

যখন আমাদিগের দেশের আচার ব্য
বহারাদি অপরিবর্ত্তনীয় হইতেছে না,
এবং প্রবল ব্যক্তিরা চেষ্টা পাইলে তৎ
পরিবর্ত্ত হয় সপ্রমাণ হইতেছে, তখন এ
দেশের জমীদারেরা মনে করিলে অনা
য়াসে বিধবাবিবাহ প্রচলিত করিতে এবং
বাল্য ও বহুবিবাহ প্রভৃতি উঠাইয়া দিতে
পারেন, তদ্বিষয়ে অণুমাত্র সন্দেহ নাই।
তাঁহাদিগের এক এক ব্যক্তির যে ক্ষমতা
আছে, সহস্রাধিক মধ্যবিধ ব্যক্তির সে
ক্ষমতা নাই। তবে যে তাঁহারা পরিবর্ত্ত
চেষ্টা করিতেছেন না, তাঁহাদিগের সুশিক্ষা
বিরহই তাহার কারণ। বিধবা বিবাহ প্রচ
লিত না থাকাতে এবং বাল্য ও বহু বিবাহ
প্রচলিত থাকাতে দেশের যে অনিষ্ট
ঘটিতেছে, তাহা যদি তাঁহাদিগের হৃদয়
ঙ্গম হইত, তাঁহারা কি ইহার উপায় না
করিয়া নিশ্চিন্ত থাকিতে পারিতেন? সুশি
ক্ষা নাই বলিয়া তাঁহাদিগের ঐ দোষ
গুলি হৃদয়ঙ্গম ও তৎসংশোধন অবশ্য
কর্ত্তব্য বলিয়া বোধ হইতেছে না। যে
বিষয় অবশ্য কর্ত্তব্য বলিয়া বোধ হয়, সুশি
ক্ষা কি তৎ সম্পাদনে পরাঙ্মুখ হইতে
দেয়? আত্যন্তিক ক্ষতি হইবার নিশ্চিত
সম্ভাবনা থাকিলে তথাপি এক দিন কথা
থাকে। জমীদারদিগের সে শঙ্কা নাই।
কোন জমীদার যদি আপন গৃহে বিধবা
বিবাহ প্রচলিত করেন, তাঁহাকে জাত্যন্তর
করিয়া কি কেহ সাহসী হয়? তাঁহারা
ইচ্ছা করিলে অন্যকে অনায়াসে জাত্যন্তর
করিতে পারেন, অন্যের এমন কি সাহস
আছে যে তাঁহাদিগকে জাত্যন্তরে করি
বার কথাও একবার মনে করিতে পারেন।
আমাদিগের ক্ষোভের বিষয় এই, বিধবা
বিবাহাদি প্রচলিত করিবার চেষ্টা করা
দূরে থাকুক, তাঁহারা উদ্যোগী হইয়া বিধবা
বিবাহকারীকে অজাতের ও অপাঙ্‌ক্তেয়

করিয়া রাখিবার যথোচিত চেষ্টা পাইয়া
থাকেন।

এই প্রসঙ্গে কয়েক সহস্র প্রধান লো
কের শিক্ষাদান অথবা সাধারণের শিক্ষা
দান এই উভয়বিধ শিক্ষাদান প্রণালীর
কোন্‌টী যুক্তি অনুসারে অবলম্বন করা বি
ধেয়, তৎ প্রসঙ্গ উপস্থিত হইতেছে। লা
র্ড ক্যানিঙ বাহাদুর উপরি শ্রেণীস্থ কয়েক
সহস্রের শিক্ষাদান প্রণালীর পক্ষপাতী
ছিলেন। রাজমহলে যে দিন রেলওয়ে গা
ড়ি খোলা হয়, সে দিন তিনি বক্তৃতা কা
লে স্পষ্টাক্ষরে ঐ অভিপ্রায় প্রকাশ করি
য়াছিলেন। লার্ড অকলণ্ডেরও ঐরূপ মত
ছিল। ঐ মতটা উৎকৃষ্ট যুক্তির অনুসারী
সন্দেহ নাই। অল্পসংখ্য লোককে সুশি
ক্ষিত করিয়া তুলিতে পারিলে বহুসংখ্য
উপকার লাভ হয় সন্দেহ কি। আমরাও
উপরে সেই সেই উপকার লাভ গণনা ক
রিলাম। জমীদার প্রভৃতি প্রধান ব্যক্তি
দিগের অর্থবল ও লোকবল আছে তাহা
র সহিত সুশিক্ষার যোগ হইলে যে মহাফ
ল লাভ হইবে তদ্বিষয়ে অধিক বক্তব্য না
ই। কিন্তু ঐ সকল ব্যক্তির সন্তানগণকে
সুশিক্ষিত করিয়া তুলা সহজ ও সাধ্যায়ত্ত
কি না, তদ্বিষয় বিবেচনা করা আবশ্যক।

জমীদার প্রভৃতির সন্তানগণের সুশি
ক্ষা হইবার অনেক গুলি প্রতিবন্ধক আ
ছে। প্রথম, অর্থোপার্জ্জনই যে বিদ্যাশি
ক্ষার মুখ্য উদ্দেশ্য, আমি ও আমাদি
গের দেশের অনেকের সে সংস্কার ক
নাই। জমীদারেরা সেই দলের প্রধান।
জমীদারী হিসাব রাখিবার উপযোগী
লেখা পড়া শিক্ষাকেই তাঁহারা পর্য্যা
প্ত জ্ঞান করেন। দ্বিতীয়, জমীদারে
সন্তানেরা অতিশয় অলসস্বভাব। আ
পাইয়া তাহাদিগের এমনি কদভ্যাস হই
উঠে যে উত্তরোত্তর তাঁহাদিগের শরীর
পটু হইয়া পড়ে, অণুমাত্র ক্লেশসহিষ্ণু
শক্তি থাকে না, চিত্ত চিন্তাশক্তি বিরহি

ব। যেসকল ব্যক্তির ঈদৃশ অবস্থা, তাঁহাদিগের কি সুশিক্ষা হইবার সম্ভাবনা আছে? বিনা শ্রম ও বিনা চিন্তায় দর্শন বিজ্ঞানাদি শিক্ষা সম্পন্ন হওয়া কোন ক্রমেই সম্ভাবিত নহে। তৃতীয়, জমীদার সন্তানেরা অল্পেই ভোগপরায়ণ ও বিলাসী হইয়া উঠে। বিলাসপরতা বিদ্যাশিক্ষার একটী প্রধান প্রতিবন্ধক। চতুর্থ, অসৎ সংসর্গ। এদেশে বাল্য ও বহুবিবাহাদি প্রচলিত থাকাতে জমীদারদিগের অল্প বয়সে বিবাহ ও অল্প বয়সে সন্তান জন্মে। একে অপক্ক বীজে জন্ম, তাহার পরও নিয়মের ব্যতিক্রম, সুতরাং অল্প বয়সেই শরীরের বল বীর্য্য ক্ষয় হইয়া যায়। অতএব জমীদার দলে অকাল মৃত্যু দর্শন অসচরাচর নহে। এই সকল কারণে অধিকাংশ জমীদার সন্তান অল্প বয়সে পিতৃহীন হয়। উপযুক্ত অভিভাবক না থাকাতে অসচ্চরিত্র ও চাটুকার দিগের প্রাদুর্ভাব কথায় দুর্নিবার হইয়া উঠে। অসৎ সংসর্গ হইলে কুকর্ম্মে মতি হওয়া অনৈসর্গিক নহে। এই কারণে অধিকাংশ জমীদার সন্তানকে বিলাসাসক্ত দেখিতে পাওয়া যায়। ব্যসনাসক্তি বিদ্যাশিক্ষার একটী মহৎ অন্তরায়।

উপরে যেরূপ প্রদর্শিত হইলে, তদ্দ্বারা স্পষ্ট প্রতীয়মান হইতেছে, যাঁহারা মনে করেন, জমীদারদিগকে সুশিক্ষিত করিয়া তাঁহাদিগের দ্বারাই অনায়াসে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর লোকদিগকে সুশিক্ষিত করিয়া তুলিবেন, তাঁহাদিগের সে দুরাশামাত্র। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী হইতেই কার্য্য আরম্ভ করিতে হইবে। এই দুই শ্রেণীর লোকেরা সুশিক্ষিত হইলে জমীদারেরা যদি লজ্জায় পড়িয়া আপনাদিগের সন্তানগণকে সুশিক্ষিত করেন, তবেই এক সম্ভাবনা আছে।

আসাম চা কোম্পানির মাকে
ও কার্টর সাহেব।

উক্ত কোম্পানির অন্যতর অধ্যক্ষ মাকে ও কার্টার সাহেব ঐ কোম্পানির টাকা ও চার বীজ লইয়া আপন২ কার্য্য সাধন করিয়াছেন বলিয়া যে জনরব হয়, তাহা ক্রমে২ সত্য হইয়া উঠিতেছে। ঐ দুই ব্যক্তির কার্য্যের অনুসন্ধানার্থ যে কমিটি নিয়োজিত হয়, তাঁহারা যাহা স্থির করিয়াছেন, তাহা এখানে প্রকাশ করেন নাই। ঐ কোম্পানির ইংলণ্ডস্থ অধ্যক্ষসভার নিকটে প্রেরণ করিয়াছেন। আমরা পরম্পরায় শুনিলাম, ঐ দুই ব্যক্তির দোষ সপ্রমাণ হইয়াছে। কমিটির কার্য্যদ্বারাও এক প্রকার সন্দেহ নিরাস হইতেছে। মাকে ও কার্টার যদি দোষী না হইবেন, কমিটি তাঁহাদিগের বিষয় সর্ব্বসাধারণের গোচর করিলেন না কেন? ঐ মাকে সাহেব লাণ্ড হোলডর্স সভার সভাপতি ছিলেন। তাঁহার যত্নেই ঐ সভা প্রতিষ্ঠিত হয়। এক্ষণে তাঁহার সভাপতিত্ব পদ পরিত্যাগ হইল কেন? সিংভূমে যে তাম্রখনি আছে, তাহার কার্য্য নির্ব্বাহার্থ এক কোম্পানি হয়। ঐ মাকে সাহেবের তথায় প্রাধান্য ছিল। কিন্তু ঐ কোম্পানি কৃতকার্য্য হইতে পারেন নাই। ইহাও মাকে সাহেবের কার্য্য দক্ষতা ও চরিত্রের বিষয়ে সংশয় জন্মাইয়া দিতেছে।

যাহা হউক মাকেসাহেবের [illegible] কুক ব্যবহারের বিষয় উল্লেখ করা আবশ্যক হইতেছে। আসাম চা কোম্পানি ঘটিত [illegible] অপবাদের বিষয় হরকরা পত্রে প্রথম প্রকাশিত হয়। মাকে সাহেব ঐ টীকে মিথ্যাপবাদ বলিয়া হরকরা সম্পাদকের নামে ৩০০০০ টাকার ক্ষতি পূরণ প্রার্থনা করিয়া সুপ্রিম কোর্টে নালিশ করিয়াছেন। যত দিন মাকে সাহেবের চরিত্র সংশয়াস্পদ রহিয়াছে, তত দিন তাহার কৃত মোকদ্দমাকৃতান্ত জনেকের মনে অনেক প্রকার তর্ক উপস্থিত করিয়া দিবে সন্দেহ নাই।

মাকে সাহেবের চরিত্রের অনুসন্ধানকারি কমিটি তাহার বিষয় সহসা প্রকাশ না করিয়া ইংলণ্ডস্থ অধ্যক্ষ সভার অভিপ্রায় প্রতীক্ষা করিয়াছেন। তন্নিমিত্ত আমরা তাঁহাদিগকে দুষিত করি না, কিন্তু তাঁহারা যদি মাকে সাহেবের দোষ গোপন রাখিবার ও তাঁহার প্রতি ক্ষমা প্রদর্শন করিবার অনুরোধ করিয়া [illegible], তাঁহারা সর্ব্বতোভাবে দুষিত হইবেন সন্দেহ নাই। মাকে সাহেব যদি বাস্তবিক চা কোম্পানির টাকা ও চার বীজ লইয়া আপনার কাজে উদ্ধার করিয়া থাকেন, তিনি কোন ক্রমেই ক্ষমার যোগ্য নহেন। তিনি কেবল যে ন্যায়বিরুদ্ধ কার্য্য করিয়াছেন এমন নহে, তাঁহা হইতে একটী বিষম অনর্থকর অসৎপথ প্রবর্ত্তিত হইয়াছে। যদি অন্যান্য কোম্পানির অধ্যক্ষেরা তাঁহার দৃষ্টান্তের অনুসরণ করেন, সত্বর সমুত্থান অন্তর্হিত হইয়া জগৎকে শ্রীভ্রষ্ট করিবে সন্দেহ নাই।

পুস্তক প্রাপ্তি।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি, বুধেলারহস্য নাটকের এক খণ্ড এবং সাল্ট ডিপার্টমেন্টের ১৮৬০-৬১ অব্দের একখণ্ড রিপোর্ট প্রাপ্ত হইয়াছি। বুধেলারহস্য শ্রীজগদীশ তর্কালঙ্কার প্রণীত। ইনি যখন চট্টগ্রামের গবর্ণমেণ্ট বিদ্যালয়ের প্রধান পণ্ডিতের কর্ম্মে নিযুক্ত ছিলেন, তৎকালে জিলা রঙ্গপুরের অন্তঃপাতি কাকিনীয়ার শ্রীযুক্ত বাবু শম্ভুচন্দ্র রায় চৌধুরীর উৎসাহদানে এই গ্রন্থ প্রণয়ন করেন। গ্রন্থকার নৈপুণ্য সহকারে ইহাতে এদেশের আচার ব্যবহারাদির বিষয় অনেক বর্ণন করিয়াছেন এবং গ্রন্থের অধিকাংশ স্থলে কৌতুকপ্রিয়তা প্রদর্শন করিয়াছেন।

১৮৬০। ৬১ অব্দের সাল্টডিপার্টমেণ্টের রিপোর্টদ্বারা জানা যাইতেছে, পূর্ব্ব [illegible] অপেক্ষা এবৎসর অধিক লবণ প্র[illegible] অথবা বিক্রয় হয় নাই। ১৮৫৯। ৬০ অব্দে ৪৬৩৭০০৭ মণ বিক্রয় ও ১৩৫২০৭৭৫ টাকা লাভ হয় এবং ১৮৬০। ৬১ অব্দে [illegible]৩০৭২৫৭ মণ বিক্রয় ৬২২১৩০৪ টাকা লাভ হয়।

বিবিধ সংবাদ।

২১এ জৈষ্ঠ সোমবার।

অদ্য হামিলটন কোম্পানির বাটীতে ক[illegible]ই ও বাঁদার লুঠপ্রাপ্ত হীরক ও অলঙ্কারা[illegible]র এক অংশ বিক্রীত হইয়াছে। ইহার ম[illegible] অনেক বহুমূল্য দ্রব্য আছে। অদ্য নানা [illegible]হেবের ও সিন্ধুদেশীয় ভূতপূর্ব্ব [illegible] [illegible]র মহম্মদ আলী খাঁর অলঙ্কারাদি ও বিক্রী[illegible] হইয়াছে।

অদ্য পুলিস আফিসে অবৈতনিক মাজি[illegible]ট্রেটদিগের এক সভা হয়। তাঁহারা [illegible] যে হরিণ বাটীর তত্ত্বাবধান করিবেন স্থির [illegible]রিয়াছেন।

বোম্বাই নগরে মালবদেশীয় অহিফেন [illegible] টাকায় বিক্রয় হইতেছে।

অনেক মিলেটারি আফিসর অনুমতি না [illegible]ইয়া নেপাল রাজ্যে মৃগয়া করিতে [illegible] [illegible]কন। তজ্জন্য গবর্ণমেণ্ট এই বিষয় ভারতব[illegible]য় গবর্ণমেণ্টের গোচর করাতে গবর্ণর [illegible] [illegible]রল আজ্ঞা দিয়াছেন [illegible] রেসিডেণ্ট [illegible]রা বাজার অনুমতি না লইয়া [illegible] [illegible] [illegible]ইতে পারিবেন না [illegible] [illegible]কার " নানা 'প্রবার [illegible] [illegible] ছিলেন।

ফিনিক্স সম্পাদক সোমরিস [illegible] [illegible] বেগার ধরিবার প্রতিবাদ করিয়াছেন [illegible] [illegible] গ্রাণ্ট সাহেব বেগার ধরিবার [illegible] [illegible]ত করিবার জন্য ব্যবস্থাপক সভায় এক বি[illegible] অর্পণ [illegible], কিন্তু অবিলম্বে বিদ্রোহ [illegible] [illegible] হওয়াতে ঐ বিল আর দ্বিতীয় বার পঠিত [illegible] নাই। সম্প্রতি বঙ্গদেশীয় ব্যবস্থাপক [illegible] [illegible]য় ঐ বিল উত্থাপিত হইয়াছে। বেগার ধরিলে গাড়োয়ানেরা ভাড়া প্রায় পায় না এই নিমিত্ত অনেকে আপন আপন শকট [illegible] করিয়া পলায়ন করিয়া থাকে।

[illegible] সম্পাদক সংবাদ [illegible] [illegible] [illegible] [illegible] হাইকোর্ট [illegible] ও তাঁহার সহকারী এক নৌকা [illegible] [illegible] হই[illegible]য়াছেন। গবর্ণমেণ্ট এবিষয় জানিবার জন্য এ[illegible] খানি বাষ্পীয় জাহাজ প্রেরণ [illegible] [illegible]ছেন।

দিল্লী গেজেট [illegible] প্রকাশ করিয়াছেন কয়েক জন ভূতপূর্ব্ব বিদ্রোহী মক্কা হইতে [illegible] আপনাদিগের সহচরের নিকট বিদ্রোহসূচক কয়েক খানি পত্র লিখে। কিন্তু পুলিস কর্ম্মচারিরা সেই সকল পত্র হস্তগত করিয়াছে।

উক্ত সম্পাদক বলেন ফিরোজশাহ কাবুলে পলায়ন করিয়া এক্ষণে সুলতান জানের নি[illegible] অবস্থিতি করিতেছেন, [illegible] [illegible] আহার হইতে বঞ্চিত হইল।

[illegible] [illegible] [illegible] [illegible] ২৩এ মে [illegible] ভয়ানক ঝড় হওয়ায় অনেক বাটী ও বৃক্ষাদি নষ্ট করিয়াছে [illegible] শিবির ভগ্ন হইয়া কয়েক [illegible] [illegible] [illegible] বাপে আক্রান্ত হইয়াছে।

হায়দরাবাদে [illegible] [illegible] [illegible] [illegible] সহচর ও [illegible] [illegible] ধৃত হইয়াছে [illegible] [illegible] [illegible] গালিবারও [illegible] করেন, তাহার [illegible] [illegible] [illegible] হইয়াছে। এই সকল ব্যক্তি [illegible] [illegible] [illegible] অনেক হত করিয়া দক্ষিণ [illegible] [illegible] [illegible] আপন [illegible] [illegible]।

অযোধ্যা গেজেট সম্পাদক বলেন [illegible] [illegible] [illegible] [illegible] পণ্ডিত লিখিয়াছেন [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] উপস্থিত [illegible]।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] প্রভৃতি [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] প্রকাশ করিয়া খ্রীষ্টীয় ধর্ম্ম গ্রহণ [illegible] [illegible] [illegible] অনুতাপ [illegible]।

আলাহাবাদ গেজেট সম্পাদক বলেন [illegible] রাম পুরের পুলিস অধ্যক্ষ লেপ্টেনেণ্ট [illegible] শঙ্কর রাম সিংহ নামক এক জন বিদ্রোহী [illegible] তাকে ধৃত করিতে গিয়া হত হইয়াছেন। [illegible] [illegible] রাম এক গহ্বরের মধ্যে কয়েক জন সহ[illegible]রের সহিত লুক্কায়িত ছিল। গাটন [illegible] [illegible] করিবামাত্র দস্যু তাঁহাকে বধ করিল [illegible] পুলিস সেনাগণ দস্যুদিগকে ধৃত করিবা[illegible] [illegible] কোন চেষ্টা না করিয়া পলায়ন করি[illegible] [illegible]। পুলিস সেনারা সকল স্থলেই সমান সাহ[illegible] প্রদর্শন করে।

গবর্ণর জেনরল আজ্ঞা করিয়াছেন, [illegible] [illegible] আইন সিঙ্গাপুরে প্রচলিত হইবে না [illegible] কারণ।

[illegible] [illegible] সম্প্রতি এই আ[illegible] [illegible], কলিকাতার মাঝিরা রাত্রি আটঘটিকা[illegible] [illegible] [illegible] রাখিতে পারিবে না। মাঝি[illegible] তাহাতে অসন্তুষ্ট হইয়া [illegible] [illegible] [illegible] অনেক [illegible] দ্রব্যাদি তরিধিক তীরে [illegible] না [illegible] না। কয়েকজন বণিক এই [illegible] [illegible] করিবার জন্য লেপ্টেনাণ্ট গবর্ণরের নিক[illegible] আবেদন করিয়াছেন। তাঁহাদিগের আ[illegible]বেদন গ্রাহ্য করা কর্ত্তব্য।

এক্ষণে প্রায় সকল স্থানেই চোরের [illegible] [illegible]। [illegible] [illegible] কমিসনর ব্রিজি সাহে[illegible] [illegible] [illegible]।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] করিয়া [illegible] [illegible] আমরা শুনিলাম তথায় কাটী ক্রয় করা হইয়[illegible] [illegible] কাহার বাটে?

বাবু রমাপ্রসাদ [illegible] বক্তৃত হইয়াছে[illegible] [illegible] [illegible] তাঁহার [illegible] [illegible] [illegible] অতিশয় দুঃখের বিষয়।

২২এ জৈষ্ঠ মঙ্গলবার।

টাইমস অব ইণ্ডিয়া সম্পাদক নিউজিলা[illegible] হইতে [illegible] বাদ প্রাপ্ত হইয়াছেন, [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] লোকেরা [illegible] [illegible] [illegible] করিয়াছে। তজ্জন্য প্রধান [illegible] [illegible] মধ্যে সুশাসন প্রণালী প্রচলিত করিবার চেষ্টা[illegible] প্রবৃত্ত হইয়াছেন। [illegible] [illegible] যে নিউ জিলা[illegible] যে উপায় অবলম্বন করিয়াছেন, তাহা[illegible] [illegible] করিলে " [illegible] কারাগার [illegible] [illegible] উঠিতেন।

লণ্ডনের শিল্পাদি প্রদর্শনী সভায় ভারতবর্ষের যে সমস্ত দ্রব্যাদি নীত হইয়াছে, তাহা তত্রত্য লোকের অধিকতর প্রীতিপদ হইয়াছে। [illegible] প্রেমনগর তরিমিত্ত কলিকাতায় প্রথা [illegible] সংগ্রহকারিণী সভাকে ধন্য বাদ প্রদান করিয়াছেন। উক্ত শিল্পাদি প্রদর্শনী সভায় এতদ্দেশীয় কয়েক ব্যক্তিকে প্রেরণ করা উচিত ছিল। কিন্তু কর্ম্মাধ্যক্ষদিগের পিতৃদেহ অভারতবর্ষীয় গবর্ণমেন্টের ঘটে থাকা অসম্ভব।

ইংলিসম্যান সম্পাদক বলেন উত্তর পশ্চিমাঞ্চলস্থ দেশীয় সংবাদ পত্রের এক জন সম্পাদক হইয়াছেন। তিনি যত অশ্লীল পুস্তকাদি প্রচার বন্ধ করিবেন, রসরাজ প্রভৃতি না হইলেই বঙ্গদেশের ভুল নিবারণ।

সম্প্রতি বীডন সাহেব আলিপুরের বিলাতি জন কার্ণেল কৃত্যাদি উৎসব করেন, তাহাতে এতদ্দেশীয় ও চট্টগ্রামীয়েরা আহূত [illegible] প্রণাম করিয়া উক্ত সম্পাদক লেপ্টেনেণ্ট গবর্ণরের প্রশংসা করিয়া বলিয়াছেন [illegible] সংরো, এলফিন্ষ্টোন ও মেটকাফ প্রভৃতি যে উপায় অবলম্বন করিয়াছিলেন উহার সেই উপায় এতদ্দ্বারা এই উৎকৃষ্ট ফল লাভ হইবে, এতদ্দেশীয় ও ইউরোপীয়দিগের পরস্পর সদ্ভাব সম্পাদিত হইবে। একথা শুনিয়াও [illegible] হর্ষ হইল। ঐ উৎসবসভায় এতদ্দেশীয় লোককে জুতা খুলিয়া যাইতে হয় নাই; এটি একটী বিশেষ লাভ।

ইণ্ডিয়ান এম্পায়ার সম্পাদক শ্রবণ করিয়াছেন, ছোটনাগপুরের রাজা যে সকল লোককে [illegible] নানা সাহেব বলিয়া ধৃত করিয়া প্রেরণ করেন, তাহাকে লেপ্টেনেণ্ট গবর্ণর মুক্ত করিবার আদেশ দিয়াছেন। নানা সাহেবের [illegible] কত লোককে " কান সঙ্গে গেল কারো কাকের সঙ্গে [illegible] হইতে হইবে।

কলেক্টর সর উইলিয়ম ডেনিসন ও মান্দ্রাজ ব্যবস্থাপক সভাকে ভারতবর্ষের শ্রীবৃদ্ধির কারণ বলিয়া নির্দ্দেশ করিয়াছেন। এইক্ষণ [illegible] শ্রীবৃদ্ধি দেখা যাইতেছে, তাঁহারা " বাদশাই কুড়ে " ছিলেন। অতএব তাঁহাদিগের হাটেতে একজন অপরাধে গ্রামের সমুদায় লোকের জরিমানা অথবা কন্ট্রাক্ট দিবের তত্ত্ব [illegible]।

আলাহাবাদ গেজেট সম্পাদক বলেন, এক জন পুলিশ [illegible] এক ব্যক্তির নিকটে আম ক্রয় করিতে গিয়া অধিক আম চাহিবাতে সে তাহাতে অসম্মত হইল। উক্ত " মহাবীর " তাহি [illegible] সাক্ষি দেখাইবাতে বিক্রেতা ভয়ে তাহাকে তাহার প্রার্থনানুরূপ আম দিল। সম্পাদক তন্নিমিত্ত মহাক্রোধে লিখিয়াছেন " যাহারা শান্তি রক্ষা করিবে তাহারা এ কার্য্য করিলে কি বোধ হয়? ? হয় আর কি ? জান না " কুড়ে মুরগির বসু ঠোকর "?

[illegible] সম্পাদক বলেন, সংবাদ পত্রে গবর্ণমেণ্ট কর্ম্মচারিদিগের বিষয় আন্দোলন করা অন্যায়। তিনি বলেন যে সে ব্যক্তি রাজকার্য্যে নিযুক্ত হউন না কেন নিয়মিত সময়ে আফিস খুলিয়া নিয়মিত কার্য্য করিলে ও নিয়মিত কাগজ লিখিলে সম্পাদক দিগের কিছু বলিবার কি থাকে ? যদি হরকরার ভূত পূর্ব্ব সম্পাদক কর্ম্মাধ্যক্ষ এক জন নীল কমিসনর হন বাঙ্গালী সম্পাদক কি নীরব থাকিবেন ?

২৩এ জ্যৈষ্ঠ বুধবার।

ভারতবর্ষীয় সুবিখ্যাত বিজ্ঞানবিৎ হেনরি, জন, কার্টার সাহেবের মৃত্যু হইয়াছে। ইংলণ্ডীয় পণ্ডিতেরা এদেশে প্রায় আসিতে অসম্মত, কিন্তু কার্টার বিজ্ঞানের উন্নতির উদ্দেশ করিয়া এদেশে বহুকাল অবস্থিতি করিয়াছিলেন। তাঁহার মৃত্যুতে অনেকে দুঃখিত হইবেন সন্দেহ নাই।

সিবিল ও মিলেটারি ফিনান্স কমিশন যখন কেরাণীদিগকে ছাড়াইয়া দেন, তখনই আমরা কহিয়াছিলাম, [illegible] চেষ্টা নিষ্ফল হইবে। সম্প্রতি অনেক আফিসে নূতন কেরাণী নিযুক্ত করা হইতেছে। মিলেটারি কাউন্সিলের আফিসে প্রতিমাসে ছয় শত টাকা অধিক ব্যয় করিবার আজ্ঞা হইয়াছে। খুঁড়তে কখন কি ধাতু ঠেকে।

গবর্ণমেণ্ট ফিনান্সিয়াল ডিপার্টমেণ্টে অনেক পরিবর্ত্ত করিতেছেন। স্থির হইয়াছে ইংলণ্ড হইতে উপযুক্ত মুহুরি আনয়ন করা হইবে এবং এই ডিপার্টমেণ্টের বর্ত্তমান কর্ম্মচারিরা যদি যথাবশ্যক গুণবত্তা ও অধ্যবসায়, তার পরিচয় প্রদান করিতে পারেন, ক্রমশঃ উচ্চতর পদ প্রাপ্ত হইবেন। ইংলণ্ড হইতে মুহুরি আনয়ন করা অপব্যয় সন্দেহ নাই [illegible] ব্যাঙ্ক প্রভৃতি স্থানে এতদ্দেশীয় মুহুরিরাই [illegible] সকল কার্য্য করিয়া থাকেন।

উক্ত পত্রের মালদহস্থিত সংবাদ দাতা [illegible] বলেন সম্প্রতি তথায় অগ্নি লাগিয়া যে সকল দরিদ্র লোককে এক কালে নিরাশ্রয় করিয়াছে তাহাদিগের সহায়তার জন্য তত্রত্য মাজি[illegible] ষ্ট্রেটের ঘরে এক সভা হইয়া ৫০০ টাকা সং[illegible] গৃহীত হইয়াছে। ম্যাঞ্চেষ্টরের মজুরেদিগের কষ্ট[illegible] হওয়াতে ইংলণ্ডের সর্ব্ব স্থানে চাঁদা হইয়াছে। সুখের বিষয় এই এতদ্দেশীয়েরা ও এই সকল সৎকার্য্যের অনুষ্ঠান [illegible] করিয়াছেন।

উক্ত পত্রের সম্পাদক বলেন গবর্ণমেণ্টের ভিন্ন ভিন্ন কর্ম্মচারিদিগের নামে সরকারী পত্র[illegible] সত্বর যথাযথ স্থানে প্রেরণ করিবার জন্য পোষ্ট আফিসে একটি স্বতন্ত্র ঘর থাকিবে। ঐঘরে সমুদায় সরকারী কাগজ পত্র রাখা হইবে। গবর্ণমেণ্টের যাবতীয় আফিস এক বাটীতে হইবার কল্পনা হইতেছে। তাহা হইলে একজন হরকরার দ্বারাই কাজ হইবে। এতদ্দ্বারা সময় ও অর্থ উভয়বিধ লাভ হইবে।

ইংলিসম্যান সম্পাদক শ্রবণ করিয়াছেন, সর চারল্‌স উড ভারতবর্ষীয় সিবিল কর্ম্মচারিদিগের একবিধ বস্ত্র পরিধান নিয়ম করি[illegible] দিবার সঙ্কল্প করিয়াছেন। মিলেটারিদিগের ন্যায় ইহাঁদিগেরও এক প্রকার স্বতন্ত্র বস্ত্র হইবে। তাহা কার্য্য স্থলে প্রকাশ্য সভা ও দরবার প্রভৃতির সময়ে পরিধান করিতে হইবে। সুশিক্ষিত দলের যেসকল ব্যক্তি ধড়াচূড়া পরিত্যাগের চেষ্টা করিতেছেন, তাঁহারা [illegible] র ব্যস্ত হইতেছেন কেন ?

আলাহাবাদ গেজেট সম্পাদক বলেন, [illegible] সম্প্রতি উক্ত নগরে গবর্ণমেণ্টের টাকা আসি[illegible] তেছিল। ইতিমধ্যে কয়েক জন দস্যু তা[illegible] লুঠ করিবার চেষ্টা পায়। কয়েক জন পুলি[illegible] " সেনা " দস্যুদিগের উপরে বন্দুক মারি[illegible] কিন্তু কাহার ও কিছুই হইল না। দস্যুরা চলি[illegible] য়া গেল, কিন্তু কেহই তাহাদিগকে ধৃত করিবার চেষ্টা করে নাই। পুলিষ সেনাদিগের এ[illegible] গুণ, তথাপি গবর্ণমেণ্ট তাহাদিগকে পুরস্কার [illegible] দেন না !

উক্ত পত্রে লিখিত হইয়াছে, দস্যু শঙ্কর রাম সিংহকে ধৃত করিবার জন্য ফুলপুরের মাজিষ্ট্রেট কয়েক জন সৈন্য প্রেরিত হইয়াছে। শঙ্কর রাম পূর্ব্বে চালাই গ্রামের জমীদার ছিল। এই সকল দস্যুকে ক্ষমা করিবার ঘোষণা করিয়া দিলে বোধ হয়, তাহারা অস্ত্রত্যাগ করিতে পারে।

মধ্যস্থ, হেনরি উইল্সন নামক একজন টফি নিবাসী এক স্ত্রী বর্ত্তমান থাকিতে পুনর্ব্বার বিবাহ করাতে তাহার প্রথম স্ত্রী তাঁহার নামে নালীশ করিয়াছেন তন্নিমিত্ত তাঁহাকে ধৃত করিবার পরওয়ানা হইয়াছে। ফিরিঙ্গিদিগের মধ্যে দ্বিতীয় বিবাহকারী লোকেরই সংখ্যা অধিক।

সেরামপুর হইতে পাটনা পর্য্যন্ত রেইল ওয়ে হইয়াছে, আগামী বৎসরে কাশী পর্য্যন্ত খুলিবে এমত হইতেছে।

চীনদেশ হইতে সংবাদ আসিয়াছে বিদ্রোহীদিগের সহিত ইংরাজ ও ফরাসিদিগের পুনর্ব্বার একটি যুদ্ধ হইয়াছে। এবার বিদ্রোহীরা অপেক্ষাকৃত সাহস সহকারে যুদ্ধ করিয়াছে। ওয়ার্ড নামক একজন ইংরাজ চীনদেশীয় সম্রাটের সেনাপতি হইয়াছেন।

২৪এ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার।

লার্ড কানিঙ্কে লইয়া যাইবার জন্য সর চারলস উড ও লার্ড পিল্ মিন পারিসে অগ্রসর হইয়া আসিয়াছিলেন। ইংলণ্ডেরা তাঁহাকে অতিশয় সমাদর পূর্ব্বক গ্রহণ করিয়াছেন।

কমরিণ অন্তরীপের নিকটবর্ত্তি এক গ্রামে এক ব্যক্তি আপনাকে ঈশ্বরের অবতার বলিয়া পরিচয় দিয়া অনেক শিষ্য সংগ্রহ করিয়াছে। ঐ গ্রামের লোকেরা খ্রীষ্টধর্ম্মাবলম্বী। সে খৃষ্টীয় ধর্ম্ম মানিয়া থাকে, এবং মহম্মদের ন্যায় অবতার হইয়াছে অনেকে তাহার কথায় প্রত্যয় করিতেছে। পল্লিবাসী বলে আর মুসলমানই বল সকলেরই এরূপ দুর্দ্দশা ঘটে।

মান্দ্রাজ টাইম্‌স সম্পাদক বলেন কিছু দিন হইল, ত্রিপলিকেন নগরে ওয়ালিস নামে এক জন পাদরি আত্মহত্যা করিবার চেষ্টা পান। তিনি প্রথমতঃ গুলি খাইবার চেষ্টা করিয়া ছিলেন। পশ্চাৎ সকলে সতর্ক হওয়াতে তিনি এক দিন অলক্ষিত রূপে এক উচ্চ প্রাচীর হইতে ভূমিতে পতিত হন। কিন্তু তাঁহার প্রাণ বিয়োগ হয় নাই। ওয়ালিস সাহেব একজন পাদরি, বিশেষতঃ [illegible], তথাপি তিনি ধর্ম্ম বিরুদ্ধ কার্য্য করিতে প্রবৃত্ত হইয়াছেন। বোধ হয়, পীড়া অথবা অন্য কারণ বশতঃ তাঁহার বুদ্ধি ভ্রংশ হইয়াছে।

৩১এ মে মান্দ্রাজ হইতে বেপুর পর্য্যন্ত রেইলওয়ে খুলিয়াছে।

টাকার নীলামের প্রধান কেরাণী লাহাজ (এক জন ফিরিঙ্গি) তত্রত্য মুচ্ছুদ্দি বাবু মন সিংহ বসুকে "ব্লাকেল" বলাতে বাবু জি তাহার উত্তম প্রতিফল দিয়াছেন। তন্নিমিত্ত ফিরিঙ্গিদিগের সহিত তত্রত্য বাঙ্গালী কর্ম্মচারিদিগের বিবাদ হইতেছে। চেও বলে আমি যাই, কই বলে আমি যাই খলসে বলে আমিও যাই। ফিরিঙ্গিদিগের এই দোষ ঘটিয়াছে, তাহাতেই যত অনর্থ।

সিংহল দ্বীপে এ বৎসর ব্যয়বাদে দশ লক্ষ টাকা জমিয়াছে। গতবর্ষ অপেক্ষা এবার তথায় ১৩৩,১৪০ টাকা অধিক শুল্ক সংগ্রহ হইয়াছে। সিংহল দ্বীপ ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের অধীনস্থ হইলে এত উদ্বৃত্ত টাকা প্রদর্শন করিতে পারে কি না সন্দেহ।

ব্রহ্মদেশীয় বাষ্পীয় জাহাজের কোম্পানির করিজা জাহাজের অধ্যক্ষ তাহার ইঞ্জিনিয়ার [illegible] করাতে তাঁহার ১০০০ টাকা জরিমানা হইয়াছে। ইঞ্জিনিয়ার কল চালাইবার জন্য অধিক লোক চাহিবাতে কাপ্তেন তাঁহার প্রতি এই কুব্যবহার করেন। [illegible] পিকক আজ্ঞা দিবার সময়ে কাপ্তেনকে বিশেষ রূপে ভর্ৎসনা করিয়াছেন। উক্ত স্থল ব্যবহারের যত উদাহরণ পাওয়া যায়, সৎব্যবহারের তত পাওয়া যায় না।

দক্ষিণ হেরাল্ড সম্পাদক বলেন কাবলরাজের নবাবের প্রধান মন্ত্রি সালার জঙ্গকে অনেকে হত করিবার চেষ্টা করাতে তাঁহার শরীর রক্ষা হেতু ৫০০ অশ্বারোহী সেনা নিযুক্ত করা হইয়াছে। উঁহারা ইংলণ্ডেশ্বরীর অশ্বারোহীর শরীর রক্ষকের পরিচ্ছদ পরিধান করিবে। হায়দরাবাদে সুশৃঙ্খলা স্থাপন করা নিতান্ত আবশ্যক হইয়াছে।

মধ্য ভারতবর্ষে বিদ্যালয় স্থাপিত হইয়াছে। ক. সি এ, আর ব্রাউনিঙ সাহেব বিদ্যালয় সমূহের ইনস্পেক্টর হইয়াছেন। বঙ্গ[illegible] [illegible]বিশ্ববিদ্যালয়ে আনুকূল্য প্রদান ক[illegible] হইয়াছে।

আমরা শুনিলাম উড্রো সাহেব বি[illegible] ইংলণ্ডে গমন করিলে ফিয়ুলফিক [illegible] সরপ্রে ফেডারিক্ট সাহেব তাঁহার কর্ম্মে নি[illegible] হইবেন। শিক্ষাসংক্রান্ত ডিপার্টমেণ্টে ফেডরিকটের কি বিশেষ গুণ আছে, আমরা জানিতে পারিতেছি না।

চন্দননগরের সন্নিকট কয়েক জন বোম্বে[illegible] এক নৌকায় ডাকাইতি করিয়াছে। [illegible] সাহেবের [illegible] হওয়া অবধি চৌর্য্য দস্যুবৃত্তি [illegible] হইয়াছে। আমরা প্রায় স[illegible] স্থান হইতে চুরির সংবাদ শুনিতেছি।

১৬ই মে বাগ্দাদে [illegible] হইয়া[illegible] য়াছে। এদেশেই বা কবে যত শুভাগমন [illegible] বেন।

দিল্লীগেজেটের কাবুলস্থিত সংবাদদাতা বলেন আমীর দোস্ত মহম্মদ খাঁ খেলাতি[illegible] লজি নগরে সসৈন্যে উপনীত হইয়াছেন। সুলতান জান খাঁ[illegible] সহিত [illegible] তাঁ[illegible] অবস্থিতি করিতেছেন। পারস্য দেশীয় গ[illegible] প্রকাশ্যরূপে সুলতান জানের সহায়[illegible] করিতেছেন না, উহা এক প্রকার স্থির হই[illegible]

সুলতান জানের সহিত আমীরের যু[illegible] হইবার সম্ভাবনা আছে।

মান্দ্রাজ টাইম্‌স সম্পাদক বলেন, ম[illegible] পুরের রাজা নিজ রাজ্যের ভার স্বহস্তে [illegible] বার প্রার্থনায় আবেদন করেন। [illegible] তাহা অগ্রাহ্য করিয়া রাজাকে এক কথা [illegible] লিখিয়াছিলেন মধ্যে মধ্যে যে এইরূপ [illegible] এক কাজ করা হয়, তাহাতে যে [illegible] জন্মে, ষ্টার প্রভৃতি নানা প্রকার সম্মান [illegible] দিয়াও তাহা যায় না।

[illegible] সাহেব সদর আদালতে এক জন অতিরিক্ত জজ হওয়াতে তাঁহা[illegible] বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভার সভ্য পদ পরি[illegible] ত্যাগ হইয়াছে।

৫2

মান্দ্রাজ প্রেসিডেন্সিতে নিম্ন লিখিত
মিতে কাফি হইতেছে—

	বিঘা	কর্ষিত বিঘা
মাদুরা	৩৭৯১০	৩৭৯১০
ভেমেবিলি	১১২৯৯৮০	৩৫৯৭
ইশাকুর	১৮২৪৪৮০	২৭০৫৮০
সালেম	১৪,৩০০	৫৯১৪॥০
উত্তর কানাড়া	০	০
দক্ষিণ কানাড়া	১৮৪।০	১৫১০
মালবার	৮২৫৭৯৮০	৩১২৫৩॥

এই সকল ভূমিতে সর্ব্ব শুদ্ধ ৭৫০০ মণ কাফি হইতেছে। ৪১০টি ক্ষেত্র আছে।

...ড অব ইণ্ডিয়া সম্পাদক হায়দরাবাদের ন...বের প্রতি বিশেষ রূপে দৃষ্টি রাখিতে কহি...ছেন। তিনি বলেন নবাব ইংলণ্ডেশ্বরীর বন্ধু ...ছেন, এবং সময়ে সময়ে ইংরাজ দিগকে ...পমান করিয়া থাকেন। ইংলণ্ডেশ্বরীর সৈ...না পত্র না হইলে হায়দরাবাদ এতদিন অ...বাধ্যার পথে যাইত।

উক্ত সম্পাদক উত্তর পশ্চিমাঞ্চলের সং...দ পত্রের তত্ত্বাবধায়ক নিয়োগের বিষয়ে ...খিয়াছেন "যদিও এতদ্দেশীয় পত্রে বি...দ্রোহ সূচক প্রস্তাব লিখিত হয়, তথাপি সে ...মুদায়ের স্বাধীনতা ভঙ্গ করা উচিত নহে।" ...দেশীয় সমাচার পত্রে বিদ্রোহ সূচক প্রস্তাব ...লিখনের বিষয় যিনি যা বলুন, এতদ্দেশীয় স...বাদ পত্রের স্বাধীনতা হত হইলে গবর্ণমে...ন্টকে অন্ধের ন্যায় চলিতে হইবে।

অযোধ্যা গেজেট সম্পাদক বলেন, আ...রায় সম্প্রতি কয়েক জন দুষ্কেষ্টিত ব্যক্তি ...নুলাদ ইউরোপীয় সেনাকে বিষপান করাইয়া ...শ করিবার চেষ্টায় আছে। উত্তর পশ্চিমা...ঞ্চলের প্রায় সকল সম্বাদ পত্রই বিদ্রোহ অগ্নি ...লখিতেছে।

...থানায় লুট প্রাপ্ত দ্রব্য সকল বিক্রীত হই...য়াছে। অনেক দ্রব্য, বিশেষতঃ আকবরী মো-...র অতিরিক্ত মূল্যে বিক্রীত হইয়াছে।

হুগলীতে সম্প্রতি একটি ডাকাইতি হইয়া ...া গিয়াছে। ডাকাইতেরা থানার নিকট বর্ত্তি এক ...দোকান হইতে ১০০০ টাকার দ্রব্য লইয়া গি-...য়াছে। এখন আবার ডাকাইতদিগের অধি-...কার হইল না কি?

উক্ত স্থানের বিচারালয়ে এক অদ্ভুত মোক-দ্দমা হইয়াছে। এক জন ফিরিঙ্গি কম্পাউণ্ডার চিকিৎসালয়ের এক দাসীর প্রতি আসক্ত হই-য়া রাত্রিযোগে তাহার ঘরে প্রবেশ করে। দাসী তাহার প্রেমের পুরস্কার কয়েক লাঠী দিয়াছিল। তত্রত্য কাণ্টনমেণ্ট মাজিষ্ট্রেট উক্ত মোকদ্দমা ফৌজদারিতে অর্পণ করাতে দাসীর জরিমানা হইয়াছে, ফিরিঙ্গি বেকসুর খালাস হইয়াছে। বিচার টী সুন্দর বটে।

এক জন ইউরোপীয় খালাসী এক ব্যক্তি-কে প্রহার করিয়াছিল। সে পুলিসে আনীত ও দণ্ড হইয়া বলিল "আমি যে সে কাল নিগারকে মারিব।" ভারতবর্ষের ক্রমে শ্রীরাদ্ধ হল এই।

২৫এ জ্যৈষ্ঠ শুক্রবার।

শুনা গেল, সর্ মর্ডান্ট ওয়েলস আজিও সুস্থ হইতে পারেন নাই, সিংহল দ্বীপে অব-স্থিতি করিতেছেন।

এক জন মিসনরিকে মান্দ্রাজের প্রেসিডে-ন্সি কালেজের অধ্যক্ষ করাতে তত্রত্য লোকে-রা অতিশয় অসন্তুষ্ট হইয়াছেন। মিসনরির নাম শুনিয়াই অসন্তোষ কেন? ধর্ম্মোপদেশ দিবার যখন আইন নাই, তখন শঙ্কা কি? তাঁহাদিগের দ্বারা ধর্ম্ম নীতির উন্নতি হইবার সবিশেষ সম্ভাবনা আছে।

জর্জ ইটন নামক এক জন ইউরোপীয় এক জন উড়ীয়া বেহারাকে প্রহার ও তাহার পালকী ভগ্ন করিয়া তাহাকে কোন স্থানে যা-ইতে কহে। বেহারা আপন সহচর দিগকে আহ্বান করিয়া সাহেবকে পালকীতে লইয়া চ-লিল। কিন্তু তাহারা নির্দ্দিষ্ট স্থানে না যাইয়া এক কালে পুলিসে লইয়া গেল। ইটনের পাঁচ টাকা জরিমানা হইয়াছে। এই নাকি উড়ে দিগের বুদ্ধি নাই।

নিম্ন লিখিত অবৈতনিক মাজিষ্ট্রেটেরা পর্য্যায় ক্রমে পুলিস কোর্ট দর্শন করিবেন;—

ফিটজ উইলিয়ম, লুই বাকলোর, জে, এচ ফরগুসন সাহেব, রাজা কালীকৃষ্ণ বা-হাদুর, বাবু রামগোপাল ঘোষ, এবং বাবু মাণিক জি রুস্তম জি।

অযোধ্যার কমিসনর, রাজা দিগ্বিজয় সিংহ প্রভৃতি তথায় সর্ব্ব শুদ্ধ ৩৭ টী ব্যাঘ্র বধ করিয়াছেন।

. ব্যক্তি দিগের প্রতিজ্ঞাই রক্ষা করিয়াছে ...বণিক সম্প্রদায়ের অনুরোধ ক্রমে গবর্ণ...মেণ্ট আপনাদিগের পূর্ব্ব আজ্ঞা রহিত ক...না ব্যক্তি দিগকে সকল সময়ে অসি রাখিতে ...অনুমতি দিয়াছেন। তাহাদিগকে কেবল উ...ক্ত উদার রাখিতে হইবে। গবর্ণমেণ্ট নী...কৃষকদিগের প্রতি এরূপ কটাক্ষ না করে...কেন?

ফিনিক্স সম্পাদক বলেন, এতদ্দেশীয় স...বাদ পত্রের স্বাধীনতার প্রতি হস্তার্পণ কর...গবর্ণমেণ্টের ইষ্ট নহে। এতদ্দেশীয় সম্পাদ...দিগের অভিপ্রায় অবগত হওয়াই তাঁহাদি...গের অভিপ্রেত, সেই হেতু উত্তর পশ্চিমাঞ্চ...এক জন তত্ত্বাবধায়ক হইয়াছেন। আমর...বরাবর এই অনুরোধ করিয়া আসিতেছি।

উক্ত সম্পাদক মিরাটের পে আফিসে...এক জন কর্ম্মচারির ধূর্ত্ততার বিষয় লিখিয়া...ছেন। নন্দলাল নামক এক জন কেরাণী না...লোকের নামে হুণ্ডি করিয়া তাহা পেমাষ্টরে...দ্বারা স্বাক্ষরিত করিয়া টাকা লইত ...একদা সে বিবি মাক্‌ডোনাল্ড নামে এক ইউ...রোপীয় স্ত্রীলোকের নামে ৪০০ টাকার হুণ্ডি ...করিয়া তাহাকে তাহার টাকা লইতে বলে ...সে তদনুসারে কার্য্য করিল, কিন্তু নন্দলা...তাহার অধিকাংশ টাকা লয়। পরে আর এ...বার ঐ প্রকার করিবার চেষ্টা পাওয়াতে ...ধৃত হইয়াছে। এক জন বণিক তাহার সহে...রুদ্ধ হইয়াছে। উক্ত স্ত্রীলোককে ছাড়িয়া দে...ওয়া হইয়াছে কেন?

হরকরার সম্বলপুরস্থিত সংবাদদাতা ...লেন তত্রত্য বিখ্যাত বিদ্রোহী সুরেন্দ্র সি...আত্ম সমর্পণ করিয়াছেন। আর কয়েক ...শীঘ্র আত্মসমর্পণ করিবেন। দয়ার এ...ফল।

প্রিন্স অব ওয়েলস পুনর্ব্বার এক জন ...দুষ্টান আরবের হস্তে পতিত হইয়াছিলে...কিন্তু তাঁহারা তাঁহার নাম শ্রবণে চলিয়া গি...য়াছে। এমত দেশে ভ্রমণ করা উচিত নহে।

ইংলণ্ডে সম্প্রতি একটি শোকাবহ ঘ...হইয়াছে। ওয়েব নামক এক ব্যক্তি একটি ...গুণশর্ব্বরীয়া বালিকাকে বিবাহ করিব...আশা দেয়। ঐ ব্যক্তির পূর্ব্বে বিবাহ হয়...সে স্ত্রী বর্ত্তমান। ঐ বালিকাটী তাহার দুষ্কো...

জানিতে পারিয়া আত্মঘাতিনী হইয়াছে। প্রায়ই শুনিতে পাওয়া যায়, কোটনিগের কাদে সরল বালিকারা ধূর্ত্ত লোকদিগের চাতুরীতে পড়িয়া চিরকালের মত মান ও সুখ এবং কখন কখন প্রাণও হারাইয়া থাকে। এই দোষের ফৌজদারী দণ্ড কি বিধেয় নহে

২৬এ জ্যৈষ্ঠ শনিবার।

পাঠকবর্গ এই সোমপ্রকাশেই দেখিয়াছেন "যেমন কর্ম্ম তেমনি ফল" নামে এক খানি অবৈধ সমাচার পত্র হইয়াছিল। রসরাজের সহিত প্রতিযোগিতা করাই উহার উদ্দেশ্য। উহার গুণ রসরাজের অপেক্ষা ন্যূন নহে। আমরা শুনিলাম রসরাজ সম্পাদকের ন্যায় উহারও সম্পাদক শ্রীঘরবাসী হইয়াছেন। অসি রোগের ফল ভোগ কে নিবারণ করিবে? আমরা পূর্ব্বে সাবধান করিয়াছিলাম।

হরকরা সম্পাদক নিম্নলিখিত সমাচার টেলিগ্রাফ যোগে প্রাপ্ত হইয়াছেন।

১লা মে নিউইয়র্ক। গবর্ণমেণ্টের যুদ্ধ জাহাজ সমূহ নিউঅর্লিয়ন্স নগরের সম্মুখে উপস্থিত হইয়াছে। উক্ত নগর সমর্পণ করিবার প্রস্তাব হইতেছে। বিদ্রোহীরা পঞ্চাশ ক্রোর টাকার মূল্যের তুলা নষ্ট করিয়াছে। বন্দরগার্ড অনেক সহকারী সেনা প্রাপ্ত হইয়াছেন

১২ই মে লিবরপুল। নিউঅর্লিয়ন্স হস্তগত হইয়াছে। ৫০০ গাঁট তুলা বিক্রীত হইয়াছে

পঞ্জাবের গবর্ণমেণ্ট উত্তর সিন্ধু নদে কয়েক খানি বাষ্পীয় জাহাজ রাখিয়াছেন।

২৩এ জুন লেপ্টেনাণ্ট গবর্ণর ভগলপুরে গমন করিবেন।

কিয়দ্দিবস পূর্ব্বে ওরিয়েণ্টেল ব্যাঙ্কের এক জন সরকার ৭৮০০ টাকা লইয়া পলায়ন করিয়াছিল। সে সম্প্রতি ধৃত হইয়াছে

হরকরা সম্পাদক অবগত হইয়াছেন প্রধান সেনাপতি সকল সৈন্য [illegible] বাজবাট সংক্রান্ত সত্ত্বে তাঁহাদিগের এক দিনের বেতন দিবার অনুরোধ করিয়াছেন। [illegible] হিউ রোজ এত মূর্খ নহেন।

ফিনিক্স সম্পাদক বলেন, বঙ্গদেশীয় গবর্ণমেণ্টের সেক্রেটারি লসিংটন সাহেব ছয় মাসের বিদায় লইয়া গমন করাতে ইডেন সাহেব তাঁহার কর্ম্ম করিবেন। হবেল সাহেব ইডেন সাহেবের কর্ম্মে ও এজওয়ার্থ গ্রে সাহেব হবেল সাহেবের কর্ম্মে নিযুক্ত হইবেন। কিন্তু আমরা শুনিয়াছিলাম গার্ডন ইয়ং সাহেব সেক্রেটরি হইবেন।

আবদালা নামক এক ব্যক্তির রাণীগঞ্জস্থিত বাটীতে বিখ্যাত হত্যাকারী তিনি লুকায়িত আছে বলিয়া সন্দেহ হওয়াতে পুলিস কর্ম্মচারিরা তাঁহার বাটী অন্বেষণ করিতে গমন করেন। আবদালা তাঁহাদিগের গমন প্রতিরোধ করাতে তাঁহাকে সেসিয়নে সমর্পণ করা হইয়াছে। প্রাপ্ত জুরি তাঁহাকে দোষী স্থির করিয়াছেন। তবেই ত।

নিম্নলিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ বিক্রয় হইতেছে।

৫ টাকার	সিক্কা	কাগজ	৯০	৯১
৫ টাকার	কোম্পানির	ঐ	৯৮	৯৪
৪ টাকার	ঐ	ঐ	[illegible]	[illegible]
৫।০ টাকার	ঐ	ঐ	১১১	১১২

সুপ্রিমকোর্ট।

অভিমানী নামক এক ব্যক্তি ২৫ টাকার নোট ও ৩৫০০ টাকা নগদ চুরি করিয়া শঙ্কর নামক এক ব্যক্তির নিকটে রাখাতে তাহাদিগের উভয়ের কঠিন পরিশ্রমসহ ১৮ মাস কারাবাসের আদেশ হইয়াছে।

উইলিয়ম ব্রিক্স নামক এক ব্যক্তি ১০ টাকার এক নোট চুরি করিয়াছিল, তাহাকে ছয়মাস কারাগারে থাকিতে হইবে।

টমাস আলেকজাণ্ডার নামক এক ব্যক্তি তাহার কর্ত্রী মিস হ্যারিএটের কয়েক খানি অলঙ্কার অপহরণ করাতে তাহার ১৮ মাস মিয়াদ হইয়াছে।

জন মেণ্ডিস, জন ব্রাক ও পিটর ভান্সিএল নামক তিন ব্যক্তি সিঁদ দিবার চেষ্টা পাওয়াতে তাহাদের কঠিন পরিশ্রমসহ দুইবৎসর হরিণ বাড়ী থাকিতে হইবে।

[illegible] জিনের কেল্লায় সিঁদ দিবার চেষ্টা পাওয়াতে তাহার সাত বৎসর দ্বীপান্তর বাসের আদেশ হইয়াছে।

[illegible] মহম্মদ নামক একটি বালক তাহার কর্ত্রী এক গয়লাজাতীয় বিধবার অলঙ্কার অপহরণ করিয়া আকবর আলি নামক এক ব্যক্তির নিকটে রাখে। বালকটির ছয় মাস ও আকবর আলির দুই বৎসর মিয়াদ হইয়াছে।

সেক করিম সিঁদ দিয়াছিল বলিয়া তাহার এক বৎসর কারাবাসের আদেশ হইয়াছে।

হেনরি হিযান নামক ভারতবর্ষীয় বেটৌন [illegible] এক জন ডাকিনার শকটে মদ্যপানে অচেতন হওয়াতে তাহাকে এক মাস কারাগারে থাকিতে হইবে।

১৩ই মে পর্য্যন্তের ইউরোপীয় সমাচার।

[illegible] যুদ্ধ হয় নাই, কিন্তু উভয় [illegible] সেনা, দুর্গের প্রাচীরের [illegible] কাটিয়া দিয়াছে। গবর্ণমেণ্টের [illegible] পথ মধ্যস্থিত বিদ্রোহীদিগের [illegible] হইয়াছে।

[illegible] বিদ্রোহিদিগের [illegible] স্থাপন করিয়াছে। [illegible] ফ্রেডরিক্সবর্গ [illegible] অধিকার করিয়াছে।

[illegible] সাহেবের নিকটে [illegible] মিসিসিপি নদীর [illegible] প্রায় ২০ ক্রোশ হইবে এমন রেল করে প্রাধিক হইয়াছে। সভাপতি লিঙ্কন দক্ষিণ [illegible] নিকটে এই কথা বলিয়া পাঠাইয়াছেন অষ্ট দশবর্ষ বয়স্ক অবধি ত্রিংশবর্ষীয় পুরুষদিগকে সৈনিক পদে নিয়োজিত করা উচিত।

ফরাসী ও [illegible] মার্সিয়ার [illegible] গমন করাতে আমেরিকার অনেকে অনেক প্রকার অনুমান করিতেছেন। [illegible] সাহেব পার্লিয়ামেণ্টে বলিয়াছেন রাজনৈতিক কোন কার্য্যের জন্য তথায় দূত গমন করেন নাই। এরূপ জনশ্রুতি আছে অন্যান্য বিদেশীয় দূতগণ বিচ্মণ্ডে গমন করিয়াছিলেন।

ল্যাঙ্কেশায়ারের মজুরদিগের কষ্ট ক্রমশঃ বর্দ্ধিত হইতেছে।

লণ্ডনস্থিত [illegible] চাঁদা করিয়া অনেক টাকা প্রেরণ করিয়াছেন, ল্যাঙ্কেশায়ারের যে সকল মজুরের কর্ম্ম নাই তাহারা বলিয়াছে যে তাহারা পাপীআশ্রম দাতব্যালয়ে আশ্রয় গ্রহণ করিবে না।

সিংহল দ্বীপ ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের অধীনস্থ করিবার প্রস্তাব লইয়া হাউস অব কমন্সে আন্দোলন হইয়াছে। কিন্তু মন্ত্রিরা ঐ দ্বীপ হস্তান্তর করিতে মত সম্মত নহেন।

ফরাসী সেনারা মেক্সিকো নগরাভিমুখে যাত্রা করিয়াছে। ইংরাজ ও স্পেনীয় সেনাদিগকে ফিরাইয়া আনা হইবে।

জাপানের দূতগণ শিল্পাদি প্রদর্শন গৃহ ও অন্য অন্য সাধারণ স্থান দর্শন করিতেছেন। সুইটজরলণ্ডের জাতি সাধারণ সভা তাঁহাদিগকে উক্ত দেশ দর্শনার্থ আহ্বান করিয়াছেন।

আমেরিকার মহাসভা ইংলণ্ডের সহিত সন্ধি করিয়া দাস ব্যবসায় রহিত করিবার প্রস্তাবে সম্মত হইয়াছেন। তাঁহারা ইংরাজী জাহাজের অধ্যক্ষদিগকে মার্কীণ জাহাজ অন্বেষণ করিবার অনুমতি দিয়াছেন।

অষ্ট্রীয় গবর্ণমেণ্ট এই অভিপ্রায় প্রকাশ করিয়াছেন যে তাঁহারা অন্য দেশীয় কোন বিষয়ে হস্তার্পণ করিবেন না এবং ইটালির বিষয়ে কেবল আত্মরক্ষা করিবার উপায় অবলম্বন করিবেন।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

২৬এ মে—শ্রীহট্টের জজ এম এ জি মা সাহেব ১৮৬২ অব্দের ২১ এপ্রেলের গেজেটে প্রকাশিত ১৮২৮ অব্দের ৩ আইন অনুসারে উক্ত জেলায় বিশেষ কমিসনরের ক্ষমতা পাইবেন।

নোয়াখালির ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর মৌলবী দীন্ মহম্মদ ১৮৪৫ অব্দের ৯ আইনের ৩ ধারা ও ১৮১৯ অব্দের ১০ আইন ও ১৮৩৮ অব্দের ২৯ আইন অনুসারে তথায় নিমক চৌকির সুপরিণ্টেণ্ডেণ্ট হইবেন।

জি ডবলিউ, এস ডিকসন সাহেব ১০ই মে অবধি মুঙ্গেরের প্রতিনিধি সব ডেপুটি অহিফেন এজেণ্ট হইবেন।

২৮এ মে ডাক্তর আর বান্‌বারি ময়মনসিংহের জেলফণ্ড কমিটির একজন সভ্য হইবেন।

শিয়ালদহের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু কান্তিচন্দ্র চট্টোপাধ্যায় কটক বিভাগে বদলী হইয়া তথায় ফৌজদারি আইনের ২২ ধারানুসারে প্রথম শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

পূর্ণিয়ার ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর ডবলিউ মারার সাহেব সারণে বদলী হইয়া তথায় ফৌজদারি আইনের ২২ ধারানুসারে প্রথম শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইবেন।

সারণের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু গোকুলচন্দ্র চৌধুরি পূর্ণিয়ায় বদলী হইয়া তথায় ফৌজদারি আইনের ২২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

৩০এ মে—নিম্নলিখিত কর্মচারিরা আসামে সহকারী হইবেন ঃ-

লেপ্টেনেণ্ট এ এস কাবেল, লেপ্টেনেণ্ট এ এম ফিলিপ্‌স, লেপ্টেনেণ্ট সি কেমার। যতদিন অন্য কোন আজ্ঞা না হয় লেপ্টেনেণ্ট ই এ ফিলিপ্‌স হাজারি বাগের অতিরিক্ত সহকারী কমিসনর হইবেন।

৫ই মে—পূর্ব্ব অথবা পশ্চিম বিভাগের রেবিনিউ সর্বের নিম্ন লিখিত ডেপুটি কালেক্টরেরা ১৮২২ অব্দের ৭ আইন ও ১৮২৫ অব্দের ৯ আইন অনুসারে কালেক্টরের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

বাবু মহেন্দ্রনাথ বসু যশোহর, ফরিদপুর ও বাকরগঞ্জে।

বাবু দুর্গাপ্রসাদ ঘোষ বাকরগঞ্জে।

১৫ই মে—১৮৫৬ অব্দের ২০ আইনের ৩৬ ধারানুসারে কার্য্য করিবার জন্য বালেশ্বরে যে সভা হয় নিম্নলিখিত ব্যক্তিরা তাহার সভ্য হইবেন।

বাবু নিতাইচরণ দাস।
" পঞ্চকোট মণ্ডল।
সিবিলসরজন।

ডেপুটি মাজিষ্ট্রেট মৌলবী আবদুল্লা এক্‌জিকিউটিব ইঞ্জিনিয়ার।

২২এ মে—নাটোরের ডেপুটি মাজিষ্ট্রেট এফ প্রাউট সাহেব।

প্রসন্ননাথ কণ্ডকমিটির এক জন সভ্য হইবেন।

২৯এ মে—লেপ্টেনেণ্ট জি এস ক্লিন্ট কলিকাতা সিবিল ইঞ্জিনিয়ারিং কালেজের অন্যতর অধ্যাপক হইবেন।

নিম্নলিখিত ভদ্রব্যক্তিরা ময়মন সিংহের দাতব্য চিকিৎসালয়ের কার্য্যনির্ব্বাহ কারিণী সভার সভ্য হইবেন।

জে পি হাবটন সাহেব।
টি আর কর সাহেব।
বাবু কালীকিশোর রায় চৌধুরী।

ডবলিউ জোন্স বি, এ, সাহেব শিবসাগরের সাধারণ বিদ্যাশিক্ষা কমিটির সেক্রেটারি হইবেন।

৩০এ মে—ই, ই, ওড সাহেব হুগলি কালেজের প্রতিনিধি সাহিত্যাধ্যাপক হইবেন।

বাবু কৃষ্ণকমল ভট্টাচার্য্য বি, এ, প্রেসিডেন্সি কলেজের সহকারী সংস্কৃতাধ্যাপক হইবেন।

৩১এ মে—মুঙ্গেরের বাবু সাতকড়ি দেব নাটোরের দলীল দস্তাবেজের রেজিষ্টার হইবেন।

২রা জুন—সি জন সন সাহেব হাবড়ার প্রতিনিধি সিবিল সরজন হইবেন।

৩রা জুন—এফ, বি, পিলাক সাহেব বাকরগঞ্জের প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

এ, এম, মার্কগ্রেগর সাহেব মেদিনীপুরের প্রতিনিধি জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

ডবলিউ, কেমলসাহেব সারণের সহকারী মাজিষ্ট্রেট ও কালেক্টর হইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

গড়বেতার ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু কমলাকান্ত বসাথ মেদিনীপুর [illegible] মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

মহাশয়! নিম্নলিখিত সমাচার কয়েকটী যদি প্রকাশিত হইবার যোগ্য হয়, তবে অনুগ্রহ করিয়া প্রকাশ করিবেন।

১। পূর্ব্বপত্রে উক্ত হইয়াছে যে হাটে দোকা লাগিলেই আট আনা পয়সা বর্দ্ধমানের রাজাকে দিতে হয়। প্রায় তিন মাস হইল দুই জন ব্যক্তি ঐ শুল্ক দিতে অস্বীকার করাতে শুল্ক আদায়ীদের সহিত ঘোরতর বিবাদ হয়। অনন্তর বাদিরা রাজদ্বারে অভিযোগ করে, বাদিদের মৃত্যু হওয়াতে গবর্ণমেণ্ট ফরিয়াদী হইয়া বর্দ্ধমানের রাজার নিকট হইতে কৈফিয়ৎ চাহিয়াছিলেন। রাজা উত্তর দিলেন যে আমি এবিষয়ের কিছুই জানি না। ইজারদার শ্রীযুক্ত অঘোরনাথ তর্কনিধিকে এবিষয়ের কথা জিজ্ঞাসা কর। পরে অঘোর বাবুকে ধর্ম্মাধিকরণে উপস্থিত হইবার জন্য আহ্বান হয়। অঘোর বাবু উপস্থিত না হওয়াতে এখানকার ডেপুটি মাজিষ্ট্রেট শ্রীযুক্ত প্রতাপচন্দ্র চট্টোপাধ্যায় গত শনিবার ক-

...ারকে পুত্তকরণার্থ অ... ...। অঘোর বা- ...আবার এখানকার রাজবাটির স্বপারিণ্টেণ্ডে- ...। দারোগা বিনা রাজবাটির মধ্যে কোনরূপ ...রাতে রাজবাটীর সিপাহিরা তরবারি ও বন্দু- ...লইয়া পুলিস স্বরূপ কর্ম করে। পরদিন দার সা- ...ব ও ডেপুটী বাবু দুই জনে অঘোর বাবুকে ...ত করেন। এদিকে রাজবাটীসংক্রান্ত বাজার। ...ল সকলকেই খুত করা হয়, লালজি ঠাকুরের ...বা ছিলবার বন্ধ হয়। কল্য কোন কোন ভদ্র ...লোককে বাঁধিয়া এদিক ওদিক করা হইয়াছিল, ...হাকে বা গলাধাক্কা দিয়া এদিক ওদিক করা ...ইয়াছিল।

...কলতা কল্য কালনায় মহাহুলস্থূল হই- ...ছিল। পরিশেষে আমরা প্রতাপ বাবুকে ধন্য ...দ না দিয়া আর থাকিতে পারিলাম না, ইনি ...অঘোর বাবুর এক জন বন্ধু, তথাপি বন্ধুত্ব না ...রাখিয়া আপনার কর্ত্তব্য কর্ম্ম সম্পন্ন করিয়াছেন।

২। এখানে যে একটী ডিস্পেন্সারি আছে, ...তাহা উঠিয়া যাইবার সম্ভাবনা হইয়াছে, গ্রামে- ...লোকেরা চাঁদা দিতে বিমুখ হইয়াছে, কারণ এ- ...খানকার ভূতপূর্ব্ব দারোগা শ্রীরাম ঘোষ গ্রামস্থ ...লোককে এই বিজ্ঞাপন দেন যে, যেব্যক্তি ডি- ...স্পেন্সারিতে চাঁদা দিবে তাহাকে আর ডাক্তরের ...কে দিতে হইবে না কিন্তু এখন কার্য্যেতে সেপ্রকার ...হইতেছে না, সুতরাং অনেকে চাঁদা দিতে অস্বী- ...কার করিয়াছে।

৩। গত ১২ ই জৈষ্ঠ শনিবার রাত্রিতে হি- ...তার্থিনী সভার অধিবেশন হইয়াছিল। আমার ...সে দিন কোন কার্য্য না থাকাতে আমিও উপস্থি- ...ত হইয়াছিলাম। প্রথমতঃ সভার কার্য্য দেখিয়া ...শ্রদ্ধা জন্মিল, শেষে জীবানন্দ বাবু দেশীয় ক- ...ন্যাদিগের বিষয়ে একটী সুদীর্ঘ প্রস্তাব পাঠ ...করিলেন। এই প্রস্তাব শুনিয়া আমরা যৎপরো- ...নাস্তি পরিতুষ্ট হইলাম।

১৮ ই জৈষ্ঠ ১৮৬২ ই অব্দ
কালনা ...নাথ শর্ম্মা।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয়েষু।

...গ্রাম ৫। ৬ মাস হইল দীনবন্ধু ...বাবুর ...গ্রামে আগমন করাতে অনেক দুঃখের দমন ...হইয়াছে।

...। সম্প্রতি এতন্নগরে একটি প্রজারক্ষণী সভা ...স্থাপনার্থ কালীমোহন দাস বি এল, মহোদয় ...উদ্যোগ করিয়াছিলেন। কিন্তু কতিপয় ...দুরাত্মাদিগের অনুৎসাহে বিরত আছেন।

বিশ্ববিদ্যালয়ের গত পরীক্ষাতে এই নগরের স্কুল উত্তীর্ণ হওয়াতেই দ্বিতীয় শিক্ষক ভুবন বাবু ডেপুটী ইনস্পেক্টর হইয়াছেন। প্রধান শিক্ষক চন্দ্র বাবু বাটী প্রস্তুত করিবার জন্য দুই সহস্র টাকা পাইবেন।

আদালতের অনুবাদক গিরিশ বাবু কোক- দ্বারীর রাইটর হইয়াছেন। ইনি শারীরিক ও মানসিক উভয় গুণেই প্রশংসিত।

মাধবপুরের কোন চক্রবর্ত্তীর শ্রাদ্ধে প্রায় দেড় লক্ষ টাকার শ্রাদ্ধ হইয়াছে। কিন্তু ঐ গ্রামে একটীও বিদ্যালয় দেখিতে পাইতেছি না।

বরিশাল।
১৬ ই জৈষ্ঠ।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয় সমীপেষু।

মহাশয়! গত দুই সপ্তাহে অসহ্য গ্রীষ্ম হও- য়াতে পল্লিগ্রামে অতিশয় সর্পভয় হইয়াছে। এমন কি লোকে সর্ব্বদা সর্প ইতস্ততঃ পড়িত থাকিতে দেখেন এবং তন্নিমিত্ত বাটী হইতে রাত্রে বহির্গমন করিতে সাহসী হন না। সম্প্র- তি করাপাড়া ও ভুড়ুভার মধ্যে ৮ জন লোকের সর্পাঘাতে মৃত্যু হইয়াছে। মহাশয়! সর্প কি ভয়া- নক জন্তু! সাক্ষাৎ যমস্বরূপ, স্পর্শ করিলেই লোকের প্রাণ বিয়োগ হয়। আমাদের এই উষ্ণ দেশে সর্পের প্রাদুর্ভাব অধিক দৃষ্ট হয়। তাহা- তে আবার গত বৎসর অতিশয় বর্ষা হওয়াতে সমুদায় স্থান জলে পরিপূর্ণ হইয়াছিল সুতরাং সর্প সকল গ্রামে ও ঘরে আসিয়া আশ্রয় লইয়া- ছিল, এক্ষণে আবার গ্রীষ্ম হওয়াতে তাহারা বাহির হইয়া মনুষ্যদিগকে দংশন করিতেছে। গবর্ণমেণ্টের সর্পভয় নিবারণ জন্য একটী যে নি- য়ম আছে সেই নিয়মানুসারে কার্য্য করিলে প্রা- প্তি হওয়ায় অনেক স্থান হইতে পারে, তাঁহাদের আদেশ এই যে, কোন ব্যক্তি সর্পধরিয়া মাজি- ষ্ট্রেটের নিকট আনিয়া তাহার মস্তক ছেদন করিলে কিঞ্চিৎ পুরস্কার পাইবে কিন্তু তাঁহারা যে অল্প পুরস্কার দিয়া থাকেন তাহাতে কেহ লইয়া এতাদৃশ দুরূহ ব্যাপারে প্রবৃত্ত হইতে চাহে না। অতএব তাঁহাদের কিঞ্চিৎ অধিক পুরস্কার দে- ওয়া উচিত এবং সর্ব্বত্রই এই নিয়মানুসারে যা- হাতে কার্য্য হয় তাঁহাদের দৃষ্টি রাখা উচিত। সাধ্যমতে যদি সমুদায় জেলার মাজিষ্ট্রেটেরা বন পরিষ্কার ও সর্পবিনাশের নিয়ম প্রচলিত করিয়া দেন তাহা হইলে অনেক উপকার হই- তে পারে। ত্রিবেণী, হালিসহর ...গ্রামের মাঙ্গলিক উপলক্ষে আপনি সর্ব্বদাই লেখনী ধা- রণ করিয়া দেশেরলোক দিগের হিতাকর্ষণ করি- য়া বহু সংখ্যক লোকের প্রাণ রক্ষা করিয়াছি- লেন এক্ষণে সর্পভয় নিবারণ জন্য লেখনী ধারণ করুন। মারী ভয় নিবারণ জন্য কলিকাতার ব্রা- হ্মসমাজের অধ্যক্ষগণ ও ভারতবর্ষীয় সভার অধ্যক্ষগণ যত্নবান হইয়া আমাদিগের দেশের মান রক্ষা করিয়াছেন, সুতরাং দেশের কোন প্রকার অমঙ্গল উপস্থিত হইলেই তাঁহাদিগকে- ই অগ্রগামী হইয়া তন্নিবারণের চেষ্টা করিতে হইবেক।

৩ জুন সন ১৮৬২ সাল

শ্রীহারাণচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরপাড়া।

পত্রপ্রেরকের প্রতি।

গোলগ্রামের পত্রে বিশেষ সংবাদ নাই অতএব তাহা প্রকাশ করা গেল না।

কুমিল্লায় শ্রীযুক্ত বাবু কৈলাস চন্দ্র সরক... রের যত্নে একটি বঙ্গবিদ্যালয় প্রতিষ্ঠিত হইয়া... ছে। তৎসংক্রান্ত পত্র অত্যন্ত দীর্ঘ। তাহা পা... করিয়া পাঠকগণের দীর্ঘ সন্তোষ লাভের সম্ভ... বনা নাই। এই হেতু তাহা প্রকাশিত হইলনা।

কালনার একখানি পত্র প্রকটিত হইয়াছে তন্নিমিত্ত দ্বিতীয় পত্র প্রকাশিত হইল না।

মূল্যপ্রাপ্তি।

বাবু ভগবান চন্দ্র কৌশিক ক...
১২৬৯ বৈশাখ হইতে আশ্বিন পর্য্যন্ত কোং
মেদিনীপুর লাইব্রেরি মেদিনীপু...
১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত কোং
এইচ উল্‌সা সাহেব কলিকাত...
১২৬৯ জৈষ্ঠ হইতে ৭০ ই মাঘ পর্য্যন্ত কোং ...
পরেশ নাথ চৌধুরী নদী...
১২৬৯ জৈষ্ঠ হইতে ৩০ বৈশাখ পর্য্যন্ত কোং ...
শুর্ণকাণ্ড বেভিরিজ সাহেব যশোহ...
১৮৬২ মে হইতে ১৮৬৩ এপ্রেল পর্য্য...
কোং ...
" চণ্ডীচরণ ঘোষ ফিরোজপু...
১২৬৯ বৈশাখঅবধি চৈত্র পর্য্যন্ত কোং ...
" নবীন কৃষ্ণ পালিত বর্দ্ধমা...
১২৬৯ জৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং
শ্রীযুক্ত বাবু নারায়ণ প্রসাদ সেন র...
১২৬৯ বৈশাখ অবধি চৈত্র পর্য্যন্ত কোং ...
" উমেশ চন্দ্র দাস হা...
১২৬৯ জৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং

এই পত্র কলিকাতার দক্ষিণ পূর্ব্ব মাতলা রেলওয়ে... সোনারপুর ষ্টেসনের দক্ষিণ চাংড়িপোতা গ্রামে শ্রীযু... দ্বারকানাথ বিদ্যাভূষণের বাটিতে প্রতি সোমব... বারে প্রকাশিত হয়।

[illegible] আর কত কাল আলা- [illegible] করিয়াছেন. ইহা বলবার নহে।

[illegible] ইজাও রুলপত্তিবার।

ইউরোপীয় সেনাদলের শিয়াড় সরাপের অভাব হওয়াতে গবর্ণমেণ্ট পশ ব্যস্ত হইয়াছিলেন। সম্প্রতি শুনা যাইতেছে ১২ ৮০০ পিপা বিলাত আসিয়াছে।

বোম্বাই সেনাদলের এক জন এতদ্দেশীয় অফিসর দুই বৎসরের বিদায় লইয়া ইংলণ্ডে যাইবার প্রার্থনা করিয়াছেন। প্রধান সেনাপতি সন্দেহ করিতেছেন ইউরোপীয় চিহ্নিত অফিসরদিগের ন্যায় ইহাদিগের ছুটির তুল্য নিয়ম করা উচিত কি না। রাজপুরুষেরা অন্য বিষয়ে যে কত পক্ষপাত করুন, ইংলণ্ড গমন বিষয়ে পক্ষপাত করিয়া লোককে অনুৎসাহ প্রদর্শন দেওয়া বিধেয় নহে।

ইণ্ডিয়ান এম পায়ারে লিখিত হইয়াছে, [illegible] নামা সাহেব বলিয়া ধৃত হইয়া আসামী হইয়াছে, গবর্ণমেণ্ট তাহাকে মুক্ত করিবার আদেশ দিয়াছেন। ঐ ব্যক্তিকে পাথেয় ও ক্ষতি [illegible] দিয়া স্বদেশে প্রেরণ করা হইবে।

[illegible] দেশের এক খানি পত্রে লিখিত হইয়াছে একণে পৃথিবীতে সর্ব্বশুদ্ধ একশত কোটি লোক আছে। ইহাদিগের মধ্যে ৩০৫৫ টি ভাষা ও ১১০০ প্রকার ধর্ম্ম প্রচলিত আছে। [illegible] প্রতি মনুষ্য ৩৩ বৎসর চারিমাস জীবিত থাকে। দীর্ঘাকার মনুষ্য খর্ব্বকায় লোক অপেক্ষা দীর্ঘজীবী। ৫০ বৎসর পর্য্যন্ত স্ত্রীলোকেরা পুরুষ অপেক্ষা সবল থাকে। দিবস অপেক্ষা রাত্রি কালে অধিক জন্ম ও মৃত্যু হয়। [illegible] সত্য ও বিবাহ হয় তত বলিষ্ঠ ও সুস্থ হইয়া থাকে।

[illegible] সম্পাদক বিরাটের পুলিস অ[illegible] তাহার নাটকের দ্বিতীয়াঙ্ক প্রকাশ করিয়াছেন। যে দুই জন থানাদার একটি স্ত্রীলোককে সুরাপান করাইয়া তাহার দুরবস্থা করে, তাহারা ম্যাজিষ্ট্রেটকে বলে, হরিদয়াল নামক এক জন [illegible] জমাদারের অধ্যক্ষ ছিলেন। কিন্তু ঐ স্ত্রী [illegible] কটি পেটোকিধানে যদিও হরিদয়াল কিছুই জানিতেন না। তথাপি মাজিষ্ট্রেট তাঁহাকে সেসিয়নে সমর্পণ করেন। হরিদয়াল মুক্ত হইয়াছেন, কিন্তু তাঁহার কর্ম্ম গিয়াছে। একপ

টাইমস অব ইণ্ডিয়ার এক জন পত্র প্রেরক বলেন আরবদেশীয় জেলখানায় বন্দীগণদিগের বাস করা ভার হইয়াছে। মুসলমানদিগের একটী সংস্কার জন্মিয়াছে. সমুদায় খৃষ্টীয়ানের শীঘ্র লোপ হইবে।

হরকরার যে পত্র প্রেরক বেহারের অহিফেন ঘটিত অত্যাচারের বিষয় লিখেন, কার্লী সহায় নামক এক জন কর্ম্মচারী অসন্তুষ্ট হইয়া তাঁহার নামে নালীস করিয়াছেন। তত্রত্য মাজিষ্ট্রেট পত্র প্রেরকের জামীন লইয়া তাহাকে মুক্ত করিয়াছেন। লর্ড সাহেবের বন্ধুবান্ধব অবধি সকলেই মুদ্রাযন্ত্রের স্বাধীনতা বিনাশ সহজ জ্ঞান করিতেছেন।

গত বৎসর আসামের চা কোম্পানি ১১৬৭১০।০ মণ চা বিক্রয় করিয়াছেন। ব্যয় বাদে তাঁহাদিগের ১,১২,৩০০ টাকা লাভ হইয়াছে। অংশীরা শতকরা ১০ টাকা লাভ পাইবেন। এই কোম্পানির অংশিদারের মধ্যে তিন ভাগের এক ভাগ এতদ্দেশীয় লোক।

পাসিফিক সাগরস্থ মাকিয়ান দ্বীপে আগ্নেয় পর্ব্বতের উপদ্রবে সমুদায় লোকের প্রাণ বিনষ্ট হইয়াছে।

দিল্লীগেজেট সম্পাদক বলেন, সিন্ধু নদের নিম্নস্থ সুড়ঙ্গ অতি সত্বর প্রস্তুত হইতেছে। ১২০৫ ফিটের মধ্যে ১০২৮ ফিট প্রস্তুত হইয়াছে। এক বৎসরের মধ্যে শেষ হইবার সম্ভাবনা আছে।

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভায় দুই বিল অর্পণ করা হইবে। প্রথম কলিকাতার ধূম বন্ধ করিবার বিল। অনেকে অসাবধান হইয়া ধূমপান করেন, তাহার ধূমের দ্বারা চতুঃপার্শ্বস্থিত লোকের কষ্ট হয়। দ্বিতীয়, বেগার ধরা নিষেধ করিবার বিল। এই বিলে প্রস্তাব করা হইয়াছে যুদ্ধ প্রভৃতির সময় ব্যতিরেকে কাহাকেও বেগার ধরা হইবে না। বেগার ধরিলে তাহাকে তৎপরবর্ত্তি জেলার হাকিমের নিকটে দিতে হইবে। কাহাকেও ৫০ ক্রোশের অধিক দূর লইয়া যাওয়া হইবে না। তাহা করিলে গাড়োয়ানদিগের সম্মতি লইতে হইবে; এবং এমত স্থলে তাহাদিগকে দ্বিগুণ ভাড়া দিতে হইবে; এক জন সিবিল কর্ম্মচারী উপস্থিত থাকিয়া গাড়োয়ানদিগের ভাড়া দিবেন। এই আইন নিতান্ত আবশ্যক, কিন্তু ইহার দ্বারা কাজ হইবে এরূপ বোধ হয় না।

করেন্সি ডিপার্টমেণ্ট হইতে নিম্ন লিখিত নোট প্রভৃতি প্রচলিত হইয়াছে এবং ঐ ডিপার্টমেণ্টের হস্তে নিম্ন লিখিত টাকা আছে:—

			ঐ	মান্দ্রা	মোট
প্রচলিত নোট	২,৩০,০ ০০০	৫০,০০		৩৩.০০,০০০	৪,১৩,০০,০০০
প্রতিভূস্বরূপধৌপ্য	৮৩১,১৩৯	৫১,০০		৩৩,০০,০	৭০,৫১,১৩৯
ঐ রৌপ	১১				১১,০০,৮০০
ঐ গবর্ণমেণ্টের কাগজ	৪৮, ৮৬				৪৮,৮৬

লেপ্টনেণ্ট গবর্ণর ২৩এ জুনে মফস্বলে যাইবেন, তিনি ৮ই সেপ্টেম্বর পর্য্যন্ত কলিকাতায় প্রত্যাগমন করিবেন।

সমাচার হিন্দুস্থানী পত্রে লণ্ডন হইতে এক জন হিন্দু লিখিয়াছেন কর্ণাটের নবাবকে তদীয় সিংহাসনে পুনঃ স্থাপিত করিবার জন্য মাঞ্চেষ্টর প্রভৃতি ১৩টি নগরের লোকে সর চারলস্ উড ও মহাসভার নিকটে আবেদন করিয়াছেন। অন্য অনেক নগরের লোকে এ প্রকার করিবেন। নবাব আপনার দুঃখ বৃত্তান্ত এক পুস্তকে লিখিয়া চতুর্দ্দিকে প্রেরণ করাতে ইংলণ্ডীয় লোকেরা তাঁহার সহায়তা করিতেছেন। এদেশের লোকেরা অত্যাচার কর্ত্তৃপক্ষের গোচর করেন না বলিয়া এত কষ্ট পান।

আমরা এক অভাবনীয় স্থানে যুক্তির মত দর্শন করিলাম। কেন্দু অব ইণ্ডিয়া [illegible]

রাছেন ঐ প্রবলরিপু মূর্খ ইউরোপীয়দিগকে ভারতবর্ষে বাস করিতে দিবার বিপক্ষ গত কল্য সুপ্রিমকোর্টের এক হত্যার মোকদ্দমায় দর্শন করা গিয়াছে। ঐ সম্পাদক বৃত্তের জীবন দণ্ড যুক্তিসিদ্ধ বলেন। এব্যক্তি যদি মুক্তি লাভ করে, তাহা হইলে ইউরোপীয়দিগের বিচার বন্ধ করাই কর্ত্তব্য।

উক্ত সম্পাদক শ্রবণ করিয়াছেন বিখ্যাত হত্যাকারী হিলি বোম্বাই নগরে ধৃত হইয়াছে। সে এক জাল নাম করিয়া তত্রত্য সেনাদলে প্রবেশ করিতে গিয়াছিল।

৩২এ জ্যৈষ্ঠ শুক্রবার।

শীঘ্র সদর ও সুপ্রিমকোর্ট একত্রিত হইবে বলিয়া, যে সকল কাজ বাকি পড়িয়াছে তাহা সম্পাদন করিবার জন্য আর দুই জন অতিরিক্ত জজ নিয়োজিত হইবেন।

ফিনিক্স সম্পাদক শ্রবণ করিয়াছেন হিলি করাচিতে ধৃত হইয়াছে। হিলি বা নানা সাহেব হয়।

ইংলিসম্যান সম্পাদক একটি আশ্চর্য্য সংবাদ লিখিয়াছেন। তিনি বলেন ষ্টেট সেক্রেটারি গবর্ণমেণ্টের পুরাতন কর্ম্মচারিদিগকে ছাড়াইয়া দিবার আজ্ঞা দিয়াছেন। তাঁহারা কয়েক মাসের বেতন পুরস্কার স্বরূপ পাইবেন মাত্র।

ভারতবর্ষের ভিন্ন ভিন্ন স্থানে যে ইউরোপীয় ও এতদ্দেশীয় সেনাদল আছে, উক্ত সম্পাদক তাহার এক হিসাব দিয়াছেন ;—

ইউরোপীয়।

বঙ্গদেশ প্রভৃতিতে	৫২,৮৫৯
মান্দ্রাজে	১৩,৫৭৫
বোম্বাইয়ে	১২৮৯০
মোট	৭৯,৩২৪

এতদ্দেশীয়।

বঙ্গদেশ প্রভৃতিতে	[illegible]
মান্দ্রাজে	[illegible]
বোম্বাইয়ে	[illegible]
মোট	১২১৯৯২

প্রধান প্রধান নগরে সেনাদিগকে এরূপে রাখা হইতেছে যে সিপাহীদিগের অপেক্ষা ইউরোপীয়দিগের সংখ্যা অধিক। তথাপি কয়েক ব্যক্তি পদে পদে বিদ্রোহ স্বপ্ন করিতেছেন।

সিমুলিয়া পল্লীতে এক জন ইউরোপীয় স্ত্রী লোক নিজস্বামীকে পরদারগামী বলিয়া তাঁহার নামে নালীশ করিয়াছেন।

[illegible] ধর্ম্মদাস মুখোপাধ্যায় ও ক্ষেত্রমোহন ভট্টাচার্য্যের বিচার হইয়া ক্ষেত্রমোহনের ৫০০ টাকা জরিমানা ও [illegible] মাস মিয়াদ এবং ধর্ম্মদাসের এক মাস মিয়াদ হইয়াছে। ক্ষেত্রমোহন ভট্টাচার্য্য ডাক্তারের ও সম্পাদক।

১লা আষাঢ় শনিবার।

গবর্ণমেণ্ট আজ্ঞা দিয়াছেন ইনকম টাক্সের শতকরা এক টাকা রাজপথ প্রস্তুত প্রভৃতির জন্য বিনিয়োজিত হইবে। এই টাকা লোকাল ফণ্ডের মধ্যে পরিগণিত হইবে। এইটী অবলম্বনীয় পথ।

গবর্ণমেণ্ট অচিহ্নিত কর্ম্মচারিদিগকে লেড সাহেবের প্রস্তাবানুসারে উচ্চতর পদ দিবার আজ্ঞা দিয়াছেন তন্নিমিত্ত সকল অফিস হইতে কর্ম্মচারিগণের গুণাগুণের রিপোর্ট চাওয়া হইয়াছে। গবর্ণমেণ্ট ক্রমে প্রকৃত পথে আসিতেছেন।

লেপ্টনাণ্ট গবর্ণর শিক্ষা কার্য্যের প্রধান অধ্যক্ষের অনুরোধ ক্রমে কলিকাতা [illegible] ফ্রিচর্চ অব কালেজ বিদ্যালয়ে মাসিক ৭৫ টাকা আনুকূল্য প্রদান করিয়াছেন।

নিম্নলিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ বিক্রীত হইতেছে।

৪ টাকার শিক্কা	[illegible]
৪ টাকার কোম্পানের	৯৩।৯৫।
৫ টাকার	১০৮।১০৭
৫৪	[illegible]

সুপ্রিমকোর্ট।

রাধানাথ রায় ও [illegible] মুখোপাধ্যায় একটি বারাঙ্গনার কতকগুলি অলঙ্কার অপহরণ করাতে তাহাদিগের ১৮ মাস মিয়াদ হইয়াছে।

[illegible] মোসেস, [illegible] ও তোরাপ নামক তিন ব্যক্তি চুরি করাতে প্রথম ও দ্বিতীয় ব্যক্তির সাত বৎসর দ্বীপান্তর বাস ও তৃতীয়ের ১৮ মাস কারাবাসের আদেশ হইয়াছে।

বিশ্বেশ্বর নাম ১০০ টাকার দুইখানি [illegible] ৫০০ টাকা চুরি করাতে তাহার কঠিন পরিশ্রম সহ [illegible] কারাবাসের আদেশ হইয়াছে।

নন্দকিশোর রায় নামক এক ব্যক্তি আপনাকে মিথ্যা করিয়া আবকারীর এক [illegible] গোয়েন্দা বলিয়া পরিচয় দিয়া এক ব্যক্তির নিকটে পয়সা ও সুর লওয়াতে তাহার [illegible] পক্ষ মিয়াদ হইয়াছে।

জন যড নামক যে ব্যক্তি উত্তর পশ্চিম [illegible] কালে এক জন মেষপালকের প্রাণবধ করে তাহার ফাঁসী হইবার আদেশ হইয়াছে।

বঙ্কু দত্ত নামক এক জন পুরাতন চোর [illegible] টি পিতলের লোটা চুরি করিয়াছিল বলিয়া, [illegible] বৎসর দ্বীপান্তর বাসের আদেশ হইয়াছে।

[illegible] মহম্মদ মিথ্যা নালীশ করিয়াছিল বলিয়া [illegible] দ্বীপান্তর [illegible] আদেশ হইয়াছে।

গোপীনাথ পণ্ডিত নামক এক ব্যক্তি [illegible] বোতলের অসদ্ব্যবহার [illegible] করাতে [illegible] ১৮ মাস কঠিন পরিশ্রম [illegible] থাকিতে হইবে।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেফটেনাণ্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

৩১এ মে নিম্ন লিখিত কর্ম্মচারিরা [illegible] আক্তের ৯ আইনের ২ ধারা, ১৮৬৯ অব্দের আইনের ও ১৮৬৮ অব্দের ২৯ ধারানুসারে [illegible] সবরেজিষ্টারের [illegible] হইলেন।

চট্টগ্রামের মাজিষ্ট্রেট।

ত্রিপুরার	ঐ
বাকরগঞ্জের	ঐ
যশোহরের	ঐ
২৪ পরগণার	ঐ
হুগলির	ঐ
মেদিনীপুরের	ঐ
বালেশ্বরের	ঐ
কটকের	ঐ
পুরীর	ঐ

হুগলি।

জাহানাবাদের ডেপুটি মাজিষ্ট্রেট।

যশোহর।

[illegible]	ঐ
খুলনার	ঐ
কোটচাঁদপুরের	ঐ
ঝেনাইদহের	ঐ

মাহেরার ঐ

২৪ পরগণা ।

বারাসাতের ঐ

বারুইপুরের ঐ

বসিরহাটের ঐ

ডায়মণ্ডহারবারের ঐ

সাতক্ষীরার ঐ

কটক।

জাজপুরের ঐ

কেন্দ্রাপাড়ার ঐ

বালেশ্বর ।

ভদ্রকের ঐ

বাকরগঞ্জ ।

নালছিটির ঐ

পিরোজপুরের ঐ

মেদিনীপুর ।

গড়বেতার ঐ

তমলুকের ঐ

নওখালি ।

... লক্ষ্মীপুরের ঐ

চট্টগ্রাম ।

কক্সবাজারের ঐ

২৫ জুন—বাবু দীননাথ ঘোষ তমলুকের ... কার্য্য নির্ব্বাহ করিয়া এক ... করিবেন

প্রেরিত ।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয়,

... নিবেদন মিদং ।

কয়েকদিন হইল ... নামক এক ... এখানে ... আসিয়াছেন । ভূতপূর্ব্ব নীল ... সাহেবের ন্যায় ইনি ... নহেন । ... কালে ... বুদ্ধি পরিচালন করিতে ত্রুটি করেন ... ধর্ম্মবিষয়ে ইঁহার অসাধারণ ... ইনি একদিন ... ব্রাহ্মসমাজে ... ঈশ্বরোপাসনা যথানিয়মে ... এবং ... ব্রাহ্ম ধর্ম্মের প্রধান মত ও নিয়মাদি অবগত হইয়া ... প্রতিগমন করেন ।

... নামক এক জন মিসনরি এ ... আসিয়া একটি বিদ্যালয় সংস্থাপন ... মিসনরিরা এতদ্দেশের ... ... এই দুর্ভাগ্য বঙ্গদেশে দুর্ভাগ্য ... সংখ্যা হ্রাস হইয়া যথার্থ ... মিসনরির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাইলে দেশের যে কত শ্রীবৃদ্ধি হয়, তাহা অনুভব করা সুকঠিন । ব্রাহ্মদিগের সহিত উক্ত মিসনরি মহোদয় ধর্ম্মবিষয়ে তর্ক বিতর্ক করিবেন এরূপ বোধ হইতেছে ।

আমাদের ... মহকুমার ... শ্রীযুক্ত বাবু ...চন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় একটি অদ্ভুত লোক । ইঁহার গুণাবলি লিখিতে গেলে লেখনী অবসন্ন হইয়া পড়ে । ইনি এমনই দীর্ঘ ও স্থূলকায় যে ইঁহাকে দেখিবামাত্র ... সমুদয় কাণ্ড স্মৃতিপথে আরূঢ় হয় । ইঁহার যেমন স্থূল শরীর, বুদ্ধিটিও তদনুরূপ । ভদ্রলোকের সহিত সদ্ব্যবহারাদি বিষয়ে ইনি একটি অদ্বিতীয় মহাত্মা । যিনি দুর্ভাগ্যক্রমে পূর্ব্বে লোকমুখে ইঁহার গুণাগুণ অবগত না হইয়াতে একবার ইঁহার সহিত সাক্ষাৎ করিতে যান, তিনি আর দ্বিতীয় বার ইঁহার বাসার নিকট দিয়া গমন করেন না । ... আসন, ... কেবল সর্ব্বদাই প্রচুর দুর্ব্বচনামৃত ... করিতেছে । শুনিতে পাই মধ্যে মধ্যে ইনি আবার জজ সাহেবের নিকট লোকের ... করিয়া থাকেন । বোধ হয় এই উপায় অবলম্বন করিয়াই ইনি এক্ষণে উচ্চ পদে অধিরূঢ় হইয়াছেন । বিদ্যা বিষয়ে ইঁহার অসাধারণ ... কথায় কথায় স্কুলের প্রতি অনাদরসূচক বাক্য প্রয়োগ করিয়া থাকেন । ... একজন অসাধারণ লোক । সম্পাদক মহাশয় ! কোন্ হিন্দুশাস্ত্রে লিখিত আছে যে ব্রাহ্মণের পরদারগমনপাপ ... দ্বারাতেই মুক্তি ...

তিন চারি দিবস হইল এখানে অসহ্য গ্রীষ্ম হইয়াছে । ... ডিগ্রি উপরে উঠিয়াছে । ... প্রত্যেক লোকই হাহাকার করিতেছে

...পুর রেয়াপাড়া ।

১১ জ্যৈষ্ঠ ।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু ।

... মম ... সুন্দর ।

... অপূর্ব্ব ... অতি মনোহর ।

... শোভা ... নিকটে মলিন ।

গোলাপ কুসুম যথা সৌরভ বিহীন ॥

বিশুদ্ধ ধর্ম্ম যদি মনুষ্যের হৃদয় অধিকার করে তাহা হইলে ... প্রচুর ঐশ্বর্য্যে ... শত শত লোক ... যে কর্ম্ম করিতে অশক্ত, বিদ্যাও যে কর্ম্ম সম্পাদনে সঙ্কোচ প্রকাশ করেন, একাকী ধর্ম্মের বলে মনুষ্য তাহা অবলীলা ক্রমে সম্পন্ন করিয়া ... কেন । যদি কুসংস্কার পাশ ছেদন করিয়া ... বাক্তিরা বিশুদ্ধ ধর্ম্মের আশ্রয় গ্রহণ করেন তবে পৃথিবীতে তাঁহারা অনতিদীর্ঘকাল ... মনুষ্যজাতিমধ্যে ... হইতে পারেন ... কতদিন তাঁহারা, আপনাদিগের সহজ ... উপদেশ অবহেলা করিয়া ... পৌত্তলিকতার শাসনে শাসিত হইবেন ... তাঁহাদের উন্নতির সম্ভাবনা নাই । তাঁহারা আপনাদিগের প্রতি আর কত কাল এরূপ ... ব্যবহার করিবেন ? পৌত্তলিকতা যে ... দেশের সকল উন্নতি দ্বার রুদ্ধ করিয়া রাখিয়াছে ! দ্বার উন্মুক্ত না থাকাতে গৃহের ... যে এক কালে কলুষিত হইয়া গেল, ... কি তাহা দেখিয়াও দেখিবেন না ? দ্বার ... করিয়া আর কিছু কাল অচেতনে নিদ্রা যাইলে তাঁহাদের জীবনাশা এক বারে বিসর্জ্জন দিতে হইবে । সাধারণ লোকে জ্ঞানালোক প্রাপ্ত ... নাই, সুতরাং তাহাদিগের কুসংস্কারাচ্ছন্ন থাকা অসম্ভব নহে, কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয় এই যে এখনও কৃতবিদ্য ব্যক্তিদিগের মধ্যে অনেক পৌত্তলিকতার অসারতা হৃদয়ঙ্গম করিয়াও তাহার অধিকার রক্ষা করিতে ... হইতেছেন । তাঁহারা হয়ত মনে করেন যে যখন বিদ্যোপার্জ্জন করিতে তাঁহারা সক্ষম হইয়াছেন তখন তাঁহাদের সকল বস্তুই লাভ হইয়াছে । তাঁহাদিগের এ বিষম ভ্রান্তি কত দিনে অন্তর্হিত হইবে । তাঁহারা সরল হইয়া একবার আপন ... আত্মাকে জিজ্ঞাসা করুন দেখি, তাঁহার ... অভাব দূর হইয়াছে কি না - সেই আত্মা ... যথার্থ আপনার পরমপদ লাভ করিয়াছে কি না ... নিঃসন্দেহ বলা যাইতে পারে তাঁহাদিগের আত্মা কখনই ইহাতে হাঁ বলিয়া সায় দিবেন না ... তাঁহারা যত দিন ধর্ম্মচ্যুত হইয়া থাকিবেন ... দিন তাঁহাদের নিজেরও মঙ্গল নাই, ... তাঁহাদিগের দ্বারা এদেশেরও মঙ্গল সাধন ... । যদি আপনাদিগের ও স্বদেশের উন্নতি দর্শনে অভিলাষ থাকে তবে তাঁহারা মনের ... তাব সমস্ত দূর করিয়া দিউন । লোকভয় ... বর্জ্জন দিয়া ধর্ম্মের আশ্রয় গ্রহণ করুন, এবং ... যেহ ধর্ম্মের সহায়ে দেশের মঙ্গল বিধানে ... হইয়াছেন তাঁহাদিগের পথে বিঘ্নরাশি ... না করিয়া তাঁহাদিগকে উৎসাহ ও ... দান প্রদানে তৎপর হউন । তাহা হইলে তাঁহারা দেশের আদরণীয় হইবেন, ধার্ম্মিক ... নিকট আশীর্ব্বাদ লাভ করিবেন এবং ...

তাহাদিগের অন্তরে আত্মপ্রসাদ প্রেরণ করিয়া তাহাদিগকে স্বীয় ক্রোড়ে নিয়ত রক্ষা করিবে। হায়! এমন অবস্থা প্রাপ্ত হইতে কেনই তাঁহারা অগ্রসর না হয়েন।

এ দেশ যেমন চতুর্দ্দিকে দৃষ্টিপাত করিয়া দুঃখেতে মলিন হয়েন, তেমনি যখন ধর্ম্মাভূমি দলের ক্ষুদ্র ক্ষুদ্র সমবস্থাপন ব্রাহ্ম সমাজের প্রতি তাঁহার দৃষ্টি নিপতিত হয় তখন তিনি আশার সঞ্চার পাইয়া যে মহাহর্ষযুক্ত হন তাহাতে আর সন্দেহ নাই। ব্রাহ্মেরা যে এখন স্বার্থপরতা লোকভয় প্রভৃতি পরিত্যাগ করিয়া কর্ত্তব্য সাধনে উন্মুখ হইয়াছেন, ইহা তাঁহার পরম সৌভাগ্য বলিতে হইবেক। যখন প্রবলতর বায় পৌত্তলিকতার আদেশ অবহেলন করিয়া ব্রাহ্মেরা বিশুদ্ধ ব্রাহ্ম ধর্ম্মের আজ্ঞানুসারে কার্য্য করিতেছেন, তখন এমন কোন্ দেশহিতাকাঙ্ক্ষী পুরুষ আছেন যাঁহার মন আনন্দে পরিপূর্ণ না হয়। মহাশয় আপনি কি শ্রবণ করেন গত ১২ ই জ্যৈষ্ঠ কোন্নগরের নিকটবর্ত্তী ঘোড়পুকুর গ্রামের শ্রীযুক্ত বাবু প্রসন্ন কুমার ঘোষের নব কুমারের নামকরণক্রিয়া ব্রাহ্মধর্ম্মমতানুযায়ী নিষ্পন্ন হইয়া গিয়াছে, ইহাতে আপনার মন কি পরম আহ্লাদ লাভ করে না? মহাশয় এই নামকরণ উপলক্ষে ৪০ জনের অধিক ব্রাহ্ম একত্রিত হইয়াছিলেন এবং ঈশ্বরপ্রসাদে কার্য্যকালে বিশেষ কোন বিঘ্নই উপস্থিত হয় নাই। এই রূপ অনুষ্ঠান যখন এদেশীয় ব্রাহ্মদের গৃহে লক্ষিত হইবে তখন এ দেশ কি অপূর্ব্ব শোভা ধারণ করিবে না? হে ব্রাহ্মগণ যদি ঈশ্বর আপনাদের যথার্থ শ্রদ্ধা হয়, যদি আপনারা সরল হইয়া প্রাণপণে সত্য পালন করিতে অগ্রসর হন, যদি স্বদেশের হিত সাধনে একান্ত অনুরাগী হন, যদি সমস্ত ভয় না করিয়া কাজ থাকিতে না পারেন, তবে আপনারা নিশ্চয় জানিবেন, কোন বাধাই আপনাদিগের পক্ষে দুস্তর বলি হইতে পারিবে না। [illegible] অবস্থাই আপনাদিগের অনুকূল হই[illegible] এবং কর্ত্তব্য পালন জন্য মঙ্গলময় [illegible] সহায় হইবেন। লোকে যে আপনাদিগকে [illegible] প্রদর্শন করিতেছেন তাহাতে কিছুমাত্র [illegible] হইবেন না। আপনাদিগের এ স্থলে [illegible] সর্ব্বাপি ক্ষণভঙ্গুর স্থানান্তর করিতে [illegible] নাই বলিয়াই তাহারা এখনও প্রাণে আপনাদের উপর বিপক্ষতাচরণ করিতেছেন। তাহাদিগের আশা নাই যে আপনারা সত্যের [illegible] আছেন, এবং যেমন আপনাদের আত্মা [illegible]

তাঁহাদেরও মঙ্গলের জন্য যে আপনারা ব্যাকুল হইয়াছেন ইহা একবার জানিতে পারিলে অবশ্যই তাঁহারা আপনাদিগকে আত্মা স্বরূপ জ্ঞান করিয়া আপনাদিগের দৃষ্টান্তের অনুবর্ত্তী হইবেন।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

সম্পাদক মহাশয়! সাতিশয় দুঃখিত হৃদয়ে প্রকাশ করিতেছি ৯ই মে শুক্রবার দুই প্রহর চারি ঘটিকার সময় অত্রত্য কালেক্টর ও মাজিষ্ট্রেট এইচ, এইচ, রবিন্সন সাহেব অতিসার রোগে আক্রান্ত হইয়া পরলোক গমন করিয়াছেন। পীড়ার যথাবিধি চিকিৎসা হয় নাই। ইনি অতি ভদ্রলোক ছিলেন। ইঁহার সঙ্গে ইঁহার এখানে অতি অল্প আসিয়াছেন। ইঁহার মৃত্যুতে আমলা মোক্তার ও অপর সাধারণ অনেকেই অশ্রু মোচন করিয়াছেন। ইনি এখানে দুইমাস কালমাত্র অবস্থান করেন। এখানে আসিয়া অবধি অত্যন্ত জলবায়ু ইঁহার পক্ষে এমনই অসহ্য হইয়াছিল যে শেষে ইঁহাকে মৃত্যুমুখে প্রবেশ করিতে হইল। বিশেষ দুঃখের বিষয় এই যে ইঁহার আত্মা পীড়ার সংবাদ পাইয়া সাক্ষাৎ করিতে আইলেন, কিন্তু সাক্ষাৎ করিতে পারেন নাই।

৩০ এ ১০ই মে শুভ শনিবার বাবু প্রেমচাঁদ দে [illegible] এবং জমাদার সাহেব উত্তরেই আপীলে খালাস পাইয়াছেন। ইহা মহাত্মা শ্রীযুত সোসম জজ সাহেবের একটী প্রশংসার বিষয় বলিতে হইবে। সম্প্রতি কোন অপরাধে অত্রত্য ও শ্রীযুত লাল শাহা দারোগাকে ত্রিশ ত্রিশ বেত্র সাজা দেওয়া হইয়াছে। প্রথমতঃ ২৫ বেত্র মারা হইলে অত্রত্য আপনাকে নির্দ্দোষী বলিয়া নির্দ্দেশ করিলে অতিরিক্ত ৫ বেত্র একুনে ৩০ বেত্র মারা হয়।

গত ২০ এ মে ৩ ঘটিকার সময়ে গগনমণ্ডল মেঘে আচ্ছন্ন হইয়া মুষলধারে বৃষ্টি হয়, তিনটী বজু পতিত হয়। একটী এতন্নগরের পূর্ব্ব প্রান্তস্থ চিডাকুটী নামক স্থানে, একটী বড়বাজারের শীতলা মন্দিরের অতি নিকট পশ্চিমোত্তরে এক বেলাতলে, অন্যটী শুক্লাগড়ে জগন্নাথদেবের মন্দিরের পূর্ব্বপ্রান্তে এক গৃহস্থের গৃহে পতিত হয়। ইহার মধ্যে কোন স্থানে একটী প্রাণীরও প্রাণহানি হয় নাই। কেবল ঐ মন্দিরের উপর দিয়া বজ্র আসিয়া পড়িয়াছে। তাহার এক খণ্ড গৃহ ছিল, তাহা ভগ্নাবশেষ হইয়াছে। সেইকালে বজ্রপাত হয় তখন তৎপরিবারের কোন ব্যক্তি বাটীতে ছিল। আর [illegible] আলয় ইষ্টকময় বলিয়া অন্য কোন হানি না হইয়া কাল গৃহের খানিক চুনকাম খসিয়া গিয়াছে।

[illegible] মে দুই ঘটিকার সময় কোতয়ালী [illegible] লাগিয়া ২৫।৩০ খানি গৃহ দগ্ধ হইয়া গিয়াছে।

সম্প্রতি দারুণ গ্রীষ্মের প্রাদুর্ভাব পড়িয়াছে।

১।৫ই জুন মিদেনপুর। মেদিনীপুর।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয়েষু।

নিজ আমতা গ্রামে পুলিস থানা আছে, তথাপি যে রূপ চোরের প্রাদুর্ভাব হইয়াছে, তাহা বর্ণনাতীত, শাক মাছ [illegible] প্রভৃতি ত কথাই নাই, কাপড়ের বস্তা পর্য্যন্ত টান ধরিয়াছে। [illegible] ভোগ আর কত দিন সহ্য করিতে হইবেক। ছাড়িতে ছাড়িতে ছাড়িতেছে না। এদেশে রাস্তা নাই। রাস্তা বিহনে এদেশের যেরূপ দুর্দ্দশা হইয়াছে তাহা বলা যায় না। রাজাপুরের বাঁধের রাস্তার সহিত আমতা হইতে এক রাস্তা সংযুক্ত করিবার কারণ দুই বৎসর কাল ক্রমে মাটি [illegible] ফেলা হইতেছে, কিন্তু আর কত বৎসরে তাহা ব্যবহারোপযোগী হইবেক বলা যায় না। এক বর্ষায় অনেক ধুইয়া গিয়াছে, আগামী বর্ষায়ও ঐরূপ হইবেক সন্দেহ নাই।

আমতার মুন্সেফি চৌকিতে এক জন প্রাচীন মৌলবি হাকিম আসিয়াছেন। তিনি বাঙ্গালা ভাষা জানেন না। পারস্য ভাষাতে মোকদ্দমার রায় লিখিয়া থাকেন। তাঁহার বাঙ্গালা করাইতে বাদী প্রতিবাদীর যথেষ্ট কষ্ট হয়। বাঙ্গালা দেশে বাঙ্গাল ভাষায় অনভিজ্ঞ হাকিম দেওয়া বিড়ম্বনা বলিতে হইবেক। এক জন কৃতবিদ্য হাকিম এখানে আইসেন সকলের প্রার্থনীয়। অনেক স্থানের মুন্সেফের প্রতি ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টরের ক্ষমতা অর্পিত হইতেছে। মৌলবি সাহেব তদ্রূপ ক্ষমতা পাইলে এস্থানের প্রজাদিগের স্বাধীন বিচার হওয়া ভার হইবে। এস্থানে এক জন ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টরের ক্ষমতা প্রাপ্ত ব্যক্তির আবশ্যক।

আমতা,
১৯ এ জ্যৈষ্ঠ।

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু লক্ষ্মীনারায়ণ সেন গাজীপুর
১২৬৯ জ্যৈষ্ঠ হইতে কার্ত্তিক পর্য্যন্ত কে। ৫ টাকা
" ভগবান বিদ্যালঙ্কার সঙ্গলাই স্কুল
১২৬৯ জ্যৈষ্ঠ হইতে কার্ত্তিক পর্য্যন্ত
বেণীমাধব চক্রবর্ত্তী রামপুরহাট
১২৬৯ জ্যৈষ্ঠ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ০
গঙ্গাধর রায় গাজীপুর
১২৬৯ জ্যৈষ্ঠ হইতে কার্ত্তিক পর্য্যন্ত ৫
" " তারক নাথ বন্দ্যোপাধ্যায় মুঙ্গের
১২৬৯ আষাঢ় হইতে অগ্রহায়ণ পর্য্যন্ত ৫
" বিপিনবিহারী চাকুড়ী হাবড়া গবর্ণমেণ্ট
স্কুল ১২৬৯ জ্যৈষ্ঠ হইতে কার্ত্তিক পর্য্যন্ত ৫
" " শ্রীরাম পালিত বাটীর
১২৬৯ [illegible] হইতে ভাদ্র পর্য্যন্ত ৫

এই পত্র কলিকাতার দক্ষিণ পূর্ব্ব মাতলা রেলওয়ে সোনারপুর ষ্টেসনের দক্ষিণ চাঙ্গড়িপোতা গ্রামে শ্রীযুক্ত বাবু কালনাথ বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার প্রাতে প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

"প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং।"

৪ ভাগ, ৩২ সংখ্যা। } সন ১২৬৯। ১০   খ্রীঃ ১৮৬২। ২৩ জুন { মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশ।

১০ ই আষাঢ় সোমবার।

সাহাবাদের অহিফেন সংক্রান্ত অত্যাচারের অনুসন্ধান ও তৎফল।

আমাদিগের নূতন লেপ্টেনণ্ট গবর্ণর বীডন সাহেবের অধিকারকাল একটী শুভ কার্য্য দিয়া আরম্ভ হইল। ইঁহার পূর্ব্বগত লেপ্টেনণ্ট গবর্ণর গ্রাণ্ট সাহেবের চেষ্টায় নীলকরদিগের অত্যাচারবৃত্তান্ত জগৎ বিদিত হইয়াছে; যখন অত্যাচার প্রকাশ হইয়াছে, তখন আজি হউক কালি হউক দশ দিন পরেই হউক অবশ্যই তাহার প্রতীকার হইবে। বীডন সাহেবের যত্নেও গবর্ণমেণ্টের অবিদিত পূর্ব্ব (অন্যের অবিদিত নহে) একটী অত্যাচার প্রকাশ হইয়াছে সেই অত্যাচার সাহাবাদের অহিফেন ঘটিত।

পাঠকবর্গ পূর্ব্বেই শুনিয়াছেন হরকরার সম্বাদদাতা প্রথমতঃ এই অত্যাচারের বিষয় সাধারণের গোচর করেন, বীডন সাহেব তাহা দেখিয়াই উহার অনুসন্ধানে প্রবৃত্ত হন। অনুসন্ধান দ্বারা স্থির হইয়াছে, হরকরার পত্রপ্রেরক যেরূপ লিখিয়াছেন, তাহা অত্যুক্ত বটে কিন্তু অহিফেনের কৃষকদিগের নিকট হইতে আমলারা অন্যায় পূর্ব্বক যে অর্থ গ্রহণ করেন, তাহা মিথ্যা নহে। তিনি বলেন বৎসরে দেড় কোটি টাকার অহিফেন ক্রয় করা হয়, কৃষকেরা ঐ কার যে মূল্য পায় তাহা হইতে বৎসর নব লক্ষ টাকা আমলা প্রভৃতি ঠকাইয়া লইয়া থাকে। ঐ টাকা যদি এইরূপে কৃষকদিগকে না দিতে হয়, তাহা হইলে গবর্ণমেণ্ট এক্ষণে যে মূল্যে অহিফেন ক্রয় করিতেছেন, তাহা অপেক্ষা অল্প মূল্যে পাইতে পারেন। এক্ষণে প্রতি সের পাঁচ টাকায় লওয়া হইতেছে, প্রবঞ্চনা বন্ধ হইলে প্রতি সের চারি টাকা আট আনায় পাওয়া যাইতে পারে। লেপ্টেনণ্ট গবর্ণর বলেন হরকরার পত্রপ্রেরক লিখিয়াছেন, কৃষকদিগের দ্বারা বলপূর্ব্বক অহিফেনের কৃষিকার্য্য করাইয়া লওয়া হয়, কিন্তু তাহা বাস্তবিক নহে। এস্থলে আমাদিগের বক্তব্য এই, গবর্ণমেণ্ট স্বয়ং নীলকরদিগের ন্যায় বলপূর্ব্বক অহিফেনের কৃষি কার্য্য করাইয়া লন না বটে, কিন্তু আমলা প্রভৃতির যখন তত প্রভুত্ব ও অর্থ লোভ রহিয়াছে এবং অধ্যক্ষদিগের তাদৃশ তত্ত্বাবধান ও অন্যায় অর্থ গ্রহণপ্রয়াস নিবারণ চেষ্টা নাই, তখন কৃষকদিগের প্রতি বলপ্রয়োগ হওয়া অসম্ভাবিত নহে। তবে সেই বল প্রয়োগ প্রকাশ হউক আর না হউক সে স্বতন্ত্র কথা।

লেপ্টেনণ্ট গবর্ণর এই অত্যাচারের যে কারণ ও প্রতীকারের উপায় নির্ণয় করিয়াছেন, এস্থলে তাহারও উল্লেখ করা আবশ্যক। আমলা প্রভৃতির বেতনের অল্পতাই উল্লিখিত অন্যায় অর্থ গ্রহণের কারণ। আমলারা চারি টাকা করিয়া বেতন পান, কিন্তু এক্ষণে সচরাচর সামান্য মজুরের বেতন মাসিক ছয় টাকা। এই কারণটি অনুন্মূলিত থাকিতে লেপ্টেনণ্ট গবর্ণর প্রতিকারের যে উপায় স্থির করিয়াছেন, তাহা কোন ক্রমেই ফলোপধায়ী হইবে না। তিনি বলেন আমলারা যাহাতে কৃষকদিগের নিকট হইতে অন্যায় অর্থ গ্রহণ করিতে না পারে, অধ্যক্ষেরা সবিশেষ সতর্কতা সহকারে তদ্বিষয়ে সদা দৃষ্টি রাখেন এবং কৃষকেরা আমলা প্রভৃতিকে দ্বার স্বরূপ না করিয়া যাহাতে সাক্ষাৎ সম্বন্ধে অধ্যক্ষদিগের নিকট হইতে দাদন গ্রহণ করে এই রূপ চেষ্টা করা আবশ্যক তাহা হইলে প্রবঞ্চনার অল্পতা হইবে সন্দেহ নাই। কিন্তু অল্প বেতনভুক আমলাদিগের আধিপত্য থাকিতে এক কালে যে প্রবঞ্চনা রুদ্ধ হইবে ইহা কোনক্রমেই সম্ভাবিত নহে। লেপ্টেনণ্ট গবর্ণর আমলাদিগের বিষয়ে লিখিয়াছেন, অল্প বেতনে অধিক আমলা না রাখিয়া অধিক বেতনে অল্প আমলা রাখা বিধেয়। এস্থলে আমাদিগের এই একটি জিজ্ঞাস্য হইতেছে, লেপ্টেনণ্ট গবর্ণর অধিক বেতন দিয়া যে আমলা রাখিবার প্রস্তাব করিতেছেন তাহারা কিরূপ আমলা? এক্ষণকার অশিক্ষিত আমলাদিগকে কি অধিক বেতন দিয়া রাখা হইবে? গবর্ণমেণ্টের যদি আমলার অত্যাচার নিবারণের বাস্তবিক চেষ্টা জন্মিয়া থাকে, সুশিক্ষিত লোকের অন্বেষণ করুন। তাঁহাদিগের বেতনে যেমন কিঞ্চিৎ অধিক যাইবে তেমন অন্যদিকে লাভ হইবেক।

এই প্রসঙ্গে আমাদিগের অতিশয় সবিস্ময় কৌতুক জন্মিতেছে। যে কোন রূপে

ক যাহারা আমলার সম্পর্কে যায় তাহাদের উপরেই অত্যাচার হয়, গবর্ণমেণ্ট ক দিনের পর এইটী নূতন জানিতে পাইলেন !!! অধ্যক্ষেরাও এত দিন মুখে গোদরা ছিলেন !!! ভাগ্যে সম্বাদপত্র ছিল !!! এত উপকারকারী সম্বাদপত্রেরও মধ্যে মধ্যে স্বাধীনতা হরণের চেষ্টা হইয়া থাকে

হরকরা পত্র হইতে এই উপকার লাভ হইয়াছে বলিয়া লেপ্টনেণ্ট গবর্ণর তৎসম্পাদকের নিকটে কৃতজ্ঞতা প্রকাশ করিয়াছেন। অপর, হরকরার পত্রপ্রেরক কালীসাহীর যে দুর্নাম করেন, লেপ্টনেণ্ট গবর্ণর তাহা যথার্থ বলিয়া বিশ্বাস করেন না। এই কালীসাহী হরকরার পত্র প্রেরকের নামে মিথ্যাপবাদকারী বলিয়া অভিযোগ করিয়াছেন। তত্রত্য অনতর অধ্য
কিলড সাহেবের সহিত কালীসাহীর সবিশেষ প্রণয় ছিল এবং কিলড সাহেব যথাবিধি স্বকর্ত্তব্য কর্ম্ম সম্পন্ন করিতেন না বলিয়া তাঁহাকে স্থানান্তরিত করা হইতেছে। যদি এরূপ হইল, তবে কেন আর হরকরার পত্র প্রেরকের নামে মোকদ্দমা চলে? তাঁহার যত্নেই গবর্ণমেণ্ট উল্লিখিত অত্যাচারের বিষয় জানিতে পারিয়াছেন। যখন অন্য অন্য আমলার অত্যাচার বিষয়ে সন্দেহ রহিতেছে না এবং কালীসাহীর সহিত কীলড সাহেবের ঘনিষ্ঠতার বিষয় সপ্রমাণ হইয়াছে, বিশেষতঃ কীলডকে স্থানান্তরিত করা হইতেছে, তখন যে কীলড ও কালীসাহী সংক্রান্ত হরকরার পত্র প্রেরকের বাক্য সম্পূর্ণ অলীক, তাহা কিরূপে হৃদয়ঙ্গম হইতে পারে? যেখানে এত সন্দেহ, সেখানে দণ্ড বিধান কোন ক্রমেই যুক্তি সিদ্ধ হয় না। এরূপ স্থলে দণ্ড বিধান হইলে আর কেহ অন্যের অত্যাচারের বিষয় রাজপুরুষদিগের গোচর করিতে সাহসী হইবে না। অন্যের অত্যাচারের বিষয় অপ্রকাশিত থাকুক, গবর্ণমেণ্টের কখন এরূপ অভিপ্রেত নহে। পূর্ব্বাপর পর্য্যালোচনা করিয়া কোন ক্রমেই আমাদিগের এরূপ বোধ হইতেছে না যে কালীসাহী ও কীলডের বিষয়ে হরকরার পত্র প্রেরক যে কিছু লিখিয়াছেন, সে সমুদায় বিদ্বেষ মূলক।

ইংলণ্ডীয় সভার ব্যবহার।

পাঠকবর্গের স্মরণ থাকিতে পারে পূর্ব্বে উল্লেখ করা গিয়াছে ইংলণ্ডীয় মহাসভা ভারতবর্ষের রাজস্ব হইতে লোহিত সমুদ্রের টেলিগ্রাফ কোম্পানিকে ব্যয় দিবার আজ্ঞা করিয়াছেন। বিশেষ করিয়া বলিয়া না দিলেও বিচক্ষণ ব্যক্তি মাত্রেই বুঝিতে পারিবেন লোহিত সমুদ্রের টেলিগ্রাফ ইংলণ্ডেরই সবিশেষ উপকারের জন্য হইয়াছে। মহাসভা কি হেতুবাদে এদেশীয় রাজস্বের উপরে হস্তার্পণ করেন? তাঁহারা কি আমাদিগের অর্থসঙ্কট ও অসঙ্গতির দায়ী? ইংলণ্ডেশ্বরী ভারতবর্ষের ঋণের দায়ী হইলেন না। মহাসভাও দায়ী নহেন, তবে কি যুক্তিতে তাঁহারা আমাদিগের ব্যয়ের উপর হস্তার্পণ করেন? তাঁহারা আমাদিগের অসম্মতিতে ১৪০০০ সেনার বেতন লইতেছেন, তাঁহাদিগের অনেক কর্ম্মচারিও আমাদিগের নিকট হইতে বেতন পাইতেছেন, তাহাও যথেষ্ট হইল না! মহাসভা ও ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট এক্ষণে যথেচ্ছতা পূর্ব্বক আমাদিগের টাকা ব্যয় করিতে লাগিলেন।

আমরা এদেশের প্রতিনিধিস্বরূপ হইয়া স্পষ্টাভিধানে ইহার প্রতিবাদ করিতেছি। সত্য বটে ভারতবর্ষ ইংলণ্ডের অধীনস্থ; ঐরূপ কানাডা ও অষ্ট্রেলিয়াও ইংলণ্ডেশ্বরীর প্রভুত্ব স্বীকার করে। কিন্তু মহাসভা অথবা ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট কখন কি তত্তৎ গবর্ণমেণ্টের অসম্মতিতে তত্রত্য রাজস্ব ব্যয় করিতে পারেন? কত রেজিমেণ্ট ইংলণ্ডে থাকিয়া কানাডা বা অষ্ট্রেলিয়া অথবা কেপ কলনি হইতে বেতন পাইতেছে? যদি তাহা না হয় তবে ভারতবর্ষ কি জন্য অন্যায় সহ্য করিবেন?

আমরা এতদ্দেশীয় ও ইউরোপীয় সকলকে অনুরোধ করিতেছি, তাঁহারা সর চারলস উডের অনুমত মহীসুরের টাকার ন্যায় এই দানের প্রতিবাদ করুন। যাঁহারা কর প্রদান করিতেছেন, এবিষয়ে মনোযোগী না হইলে তাঁহাদিগের দশবৎসর অন্তর নূতন প্রকার করভার বহন করিতে হইবে সন্দেহ নাই। তাঁহারা একত্রিত হইয়া কলিকাতাস্থ ইংলণ্ডীয় মহাসভায় প্রতিনিধি করিবার চেষ্টা করুন। যখন ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট ও মহাসভা এদেশের রাজকার্য্যের ও রাজস্বের উপরে হস্তার্পণ করিতেছেন, তখন তথায় আমাদিগের কয়েকজন প্রতিনিধি থাকা নিতান্ত আবশ্যক। আজি যেন অল্প টাকা দেওয়া হইতেছে, কিন্তু কোন্ ব্যক্তি বলিতে পারেন যে পারস্যাধিপতির সহিত যুদ্ধ উপস্থিত হইলে মহাসভা তাহার সমুদায় ব্যয় আমাদিগকে দিতে বলিবেন না? এই সময়ে সতর্ক না হইলে শেষে পরিতাপ করিতে হইবে।

ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট আমাদিগের এ প্রার্থনা অগ্রাহ্য করিতে পারিবেন না। আমেরিকার এইরূপ প্রার্থনা গ্রাহ্য না করিয়া করাধিকার হইতে বঞ্চিত হইয়াছেন।

বিশ্ববিদ্যালয়

তিন প্রেসিডেন্সিতে তিনটী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হইয়াছে। তন্মধ্যে কলিকাতাস্থ বিদ্যালয়ই সর্ব্ব প্রাধান্য লাভ করিয়াছে। প্রতি বৎসর উপাধিধারিদিগের সংখ্যা বৃদ্ধি হইতেছে। ইহা দ্বারা দেশের যে মহোপকার লাভ হইবে তাহা বিলক্ষণ বোধ হইতেছে। কিন্তু এ বিশ্ববিদ্যালয়টিরও সর্ব্বাবয়ব পূর্ণতা প্রাপ্ত হয় নাই। কয়েকটী বিষয়ের অসদ্ভাব আছে। সেই অভাব গুলি পরিপূরিত না হইলে

ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের ন্যায় ইহা কলোপধারী ও লব্ধপ্রতিষ্ঠ হইবে না। বিশ্ববিদ্যালয়ের প্রথমতঃ স্বতন্ত্র বাটী নাই। ইহার মহাসভা কেবল উপাধিই প্রদান করেন, কিন্তু ছাত্রদিগের শিক্ষা বিষয়ে সমধিক সহায়তা করিতে পারেন না। ইউরোপ ও আমেরিকার বিশ্ববিদ্যালয়ের ন্যায় ইহার স্বতন্ত্র নিয়োজিত অধ্যাপক নাই। ফলতঃ আমাদিগের এই বিশ্ববিদ্যালয় যথার্থ বিদ্যালয় বলিয়া পরিগণিত হইতে পারে না। এই অভাব গুলি দূর করিবার অভিপ্রায়ে সম্প্রতি দুইবার মহাসভার অধিবেশন হয়। সভ্যেরা গত শনিবার আপনাদিগের মত ভারতবর্ষীয় গবর্ণমেন্টের গোচর করিয়াছেন। অভিলষিত সুযাবতীয় বর প্রার্থনা করা হয় নাই বটে কিন্তু ক্রমে অভিলষিত বিষয় গুলি সুসিদ্ধ হইবে তাহার সম্ভাবনা আছে।

সভা প্রথমতঃ বিশ্ববিদ্যালয়ের নিমিত্ত একটি স্বতন্ত্র বাটী প্রস্তুত করিবার অনুরোধ করিয়াছেন। ইহা বাঙ্গালি পল্লীতে সংস্থাপিত হইবে। ইহার নিমিত্ত প্রায় তিন বিঘা ভূমি লওয়া হইবে। এত ভূমি লইবার তাৎপর্য্য এই প্রয়োজন হইলে বাটী বৃদ্ধি করা যাইতে পারে। এই বাটীতে সভার অধিবেশন, উপদেশ দান, পরীক্ষা প্রভৃতি হইবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ পরীক্ষা এই বাটীতে হইবে না। দ্বিতীয়তঃ প্রতি বৎসর যিনি বি, এ, শ্রেণির মধ্যে প্রথম হইবেন তাঁহাকে ৫০ টাকা মাসিক ছাত্রবৃত্তি দেওয়া হইবে। এম, এ, উপাধি পাইলে ৫০০ টাকা দেওয়া হইবে। ডাক্তর ডফ, লাড বিশপ প্রভৃতি কয়েক জন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগের প্রস্তাব করেন। কিন্তু সীটন সাহেব, আরস্কিন সাহেব প্রভৃতি কয়েক জন ইহার বিরোধী হওয়াতে শেষে স্থির হইয়াছে, যদি একদেশীয় কোন ধনবান ব্যক্তি অথবা ... পৃথক অধ্যাপক নিয়োগের ব্যয় দেন, গবর্ণমেন্ট তাহাতে প্রতিবন্ধকতাচরণ করিবেন না। ঐ সমস্ত অধ্যাপক অন্য কোন বিদ্যালয়ে অধ্যাপনা করিতে পারিবেন না। বিশ্ববিদ্যালয়ের শাখা কালেজ ও অন্যান্য বিদ্যালয়ের ছাত্রগণ নিয়মিত-বেতন দিয়া উহাদিগের উপদেশ শ্রবণ করিবেন। আপাততঃ পদার্থ বিদ্যা শিক্ষা দিবার নিমিত্ত এক জন অধ্যাপক নিয়োগের প্রস্তাব করা

সভা যে যে প্রার্থনা করিয়াছেন সে সমুদায় গুলি সঙ্গত। কিন্তু আমরা দুঃখিত হইতেছি অধ্যাপক নিয়োগের বিষয়ে তাঁহাদিগের মত ভেদ হইয়াছে। স্বতন্ত্র অধ্যাপক নিয়োজিত না হইলে বিশ্ববিদ্যালয়ের যথোচিত গৌরব থাকা সম্ভাবিত নহে। অপরন্তু কোন বিদ্যালয়েই ধর্ম্মনীতির যথাপদ্ধতি শিক্ষা দেওয়া হয় না। আপাততঃ অন্ততঃ ধর্ম্মনীতির এক জন উপদেশক নিয়োজিত করা অতিশয় আবশ্যক। বিদ্যার্থিগণ যাহাতে কেবল বুদ্ধি বৃত্তির চালনা হয় এরূপ শিক্ষাই পাইতেছেন। অনেকে এরূপ শঙ্কা করিতেছেন ধর্ম্মনীতির অধ্যাপক নিয়োগ স্থিরীকৃত হইলে মিসনরি সম্প্রদায়ের অন্যতর ব্যক্তি নিঃসন্দেহ তৎপদে প্রতিষ্ঠিত হইবেন। ইহাতে একদেশীয়েরা বিরক্ত হইতে পারেন। মিসনরি অথবা বাইবলের নামে শঙ্কিত হওয়া বিধেয় নহে। খৃষ্ট ধর্ম্মাবলম্বী করিবার উদ্দেশে বাইবলের অধ্যাপনা অন্যায় বলিয়া পরিগণিত হইতে পারে। কিন্তু ধর্ম্মনীতি সংক্রান্ত শিক্ষা দিবার অভিপ্রায়ে বাইবল হইতে কিছু গ্রহণ করিলে দোষ হইতে পারে না।

এক্ষণে একদেশীয় ধনী ব্যক্তিদিগের নিকটে আমাদিগের অনুরোধ এই অনেকে গঙ্গায় ঘাট ও কাশীতে মন্দির প্রভৃতিতে বিস্তর অর্থ ব্যয় করেন, কিন্তু এক্ষণে এক অবিনশ্বর মন্দির স্থাপন করিবার উপায় হইয়াছে। এই সময়ে ... প্রতিজ্ঞা করিয়া অবিনশ্বর ... মঙ্গল। ইউরোপের অনেক ... বিশ্ববিদ্যালয়ে বিষয় বিশেষে ... লোকে ... র যাবতীয় ব্যয় প্রদান ... দিন এই সোমপ্রকাশে ... কের ১৫ লক্ষ টাকা দানে ... ত হইয়াছে। একদেশীয় ... কি এ বিষয়ে যত্নবান হইবে ...

সুশিক্ষিত দলে হিন্দুধর্ম্ম কত দূর প্রভুত্ব?

এক জন ব্রাহ্ম আপনার মনের ভাব প্রকাশ করিয়া আমাদিগের নিকট এক খানি পত্র প্রেরণ করিয়াছেন ... যথা স্থানে প্রকটিত দৃষ্ট হইবে। ... পত্র পাঠ করিলে কেবল যে সাধুশীল সুশিক্ষিত দলের মনের ভাব অবগত হওয়া যায় এরূপ নহে, এক্ষণে সুশিক্ষিত দলে হিন্দুধর্ম্মের কত দূর প্রভুত্ব আছে, তাহ বিশেষরূপে জানিতে পারা যায়।

এক্ষণে অনেকে লৌকিক রক্ষাবে ব্যগ্র। লৌকিক রক্ষা করিতে গিয়া ন্যায়পরতা বিসর্জ্জন করিতে হউক, আপনাদিগের যেরূপ সংস্কার ও বিশ্বাস, তাহার বিপরীত আচরণ করিতে হউক এবং বিহিত জ্ঞানে জলাঞ্জলি দিতে হউক তাঁহারা কিছুতেই পরাঙ্মুখ নহেন। যাঁহারা এই সকলে জলাঞ্জলি দিয়া নটের ন্যায় ব্যবহার করিতে না পারেন, তাঁহাদিগেরই বিষম বিপদ; তাঁহাদিগের কষ্টের পরিসীমা থাকে না। আমাদিগের সাধুশীল অকপটচিত্ত পত্রপ্রেরক এই বিপদে পড়িয়াছেন।

ধৈর্য্যাবলম্বন ব্যতিরেকে আপাততঃ এই বিপদ হইতে উদ্ধার হইবার উপায়ান্তর নাই। যে কারণে এরূপ ঘটনা হইতেছে, তদ্বিষয় চিন্তা করিয়া ধৈর্য্যাবলম্বন করিতে হইবে। পত্রপ্রেরক স্বয়ংই কহি-

হেন, তাঁহার অসুখের কারণ আমরাও কহিতেছি, ইংরাজ তবিক কারণ। এ দে শে বহু ধর্ম ও আচার ব্যব কারাদি দাসিয়াছে, ইংরাজী শি ক্ষা দে দুই সম্পূর্ণ বিরোধিনী। যাঁহারা শিক্ষা করেন, তাঁহাদি গের। সবিত্তধর্মে অশ্রদ্ধা ও আ চার ও নর প্রতি উপেক্ষা জন্মে। যখন দুটি বিরুদ্ধ বিষয়ের একত্র আমরা হচ্ছে, তখন সেই বিরুদ্ধ বিষয় সন্নী র পক্ষেরই অসুখিত হইবার খ্যা হ। যে পক্ষ হীনবল, তাহার ধি র কষ্ট। যাঁহারা এ পর্য্যন্ত এ দে শে াজী শিক্ষা করিয়াছেন ও করিতে ছেন তাহারা দুটি কারণে অপর পক্ষের তো, কা হীনবল। এক, ইংরাজীতে সুশি ক্ষ ও অশিক্ষিত এ উভয়ের গণনা কবি অশিক্ষিতের সংখ্যাই অধিক হইবে। তীয়, যাহাতে বিশুদ্ধধর্মে দৃঢ়তর বিশ্বা ধর্মনীতিতে সবিশেষ অনুরাগ ও সৎ নরা সাহসাদি জন্মে, তাদৃশ শিক্ষা হই তে না। তাদৃশ শিক্ষা হইলে এই অল্প ংখ্যা সুশিক্ষিত দলই অশিক্ষিত দল দম ন সমর্থ হইতেন।

ফলতঃ উপরিগণিত দুটি কারণ বশতঃ সুশিক্ষিত দল হীনবল হইয়াছেন। হীন দলের সচরাচর যে গতি হইয়া থাকে, তা াই হইয়াছে। সুশিক্ষিতেরা অশিক্ষিত দলের অনুগত হইয়া আছেন। কাজে কা জেই সুশিক্ষিতদিগকে অশিক্ষিতের ন্যায় ব্যবহার করিতে হইতেছে। যত দিন সুশি ক্ষিতের সংখ্যা বৃদ্ধি অথবা উল্লিখিত প্র কার সুশিক্ষা না হইবে, তত দিন সুশি দলের লৌকিক ভয় পরিত্যাগের স ম্ভাবনা কি?

এ দেশীয় নব্য সম্প্রদায়ের যে রূপ ়, তাহার বিপরীত কার্য্যের সহিত ন্যায় হইতেছে বলিয়া কেবল ধর্ম ও আচার ব্যবহারাদি বিষয়ে কেন, রাজনীতি সম্বন্ধেও বিলক্ষণ বিরক্তভাব লক্ষিত হইতেছে। ইংরাজী শিক্ষা কহিয়া দিতে ছে, রাজার নিকটে সকলেই সমান, গুণই বিশেষকারী, বর্ণ অথবা জাতি ভেদ বিশেষ কারী নহে। কিন্তু আমাদিগের রাজপুরুষ দিগের নিয়তকাল এতদ্বিধ উদার ব্যবহার নয়নগোচর হয় না, কার্য্য কালে অনেকের নিকট গুণভেদ উপেক্ষিত হইয়া বর্ণ ভেদ আদৃত হয় আমরা দেখিতে পাই, এতদ্দর্শনে অনেকেরই নিতান্ত অসন্তুষ্ট হই য়া থাকে। উপসংহার স্থলে আমাদিগের বক্তব্য এই, যত দিন উল্লিখিত বিষয়গুলির দোষ সম্পূর্ণরূপে সংশোধিত হইয়া নব্য সম্প্রদায়ের যাবতীয় বিষয়ে শিক্ষানুরূপ স ম্পর্ক না হইবে, তত দিন নব্য সম্প্রদায়ের সম্পূর্ণরূপে সুখিত হইবার সম্ভাবনা নাই। ততদিন নব্য সম্প্রদায়কে বিরক্ত না হইয়া কাল প্রতীক্ষা করিয়া যাহাতে ঐ গুলি সম্পন্ন হয় দৃঢ়প্রতিজ্ঞতা সহকারে সেই চেষ্টা করিতে হইবে। ইংরাজীশিক্ষা আপাততঃ বিড়ম্বনা বোধ হইতেছে বটে, কিন্তু পরিণামে অমৃতময় ফল প্রসবকারি নী হইবে সন্দেহ নাই।

বিবিধ সংবাদ।

৩রা আষাঢ় সোমবার।

লার্ড ক্যানিঙের স্মরণার্থ প্রস্তর স্তম্ভের নিমিত্ত চাঁদায় ৪৯ ৫০ টাকা সংগৃহীত হইয়া ছে। এ সংবাদই কি কেবল প্রস্তরময় প্রতি মূর্ত্তিতে পর্য্যবসিত হইবে?

ঢাকা প্রকাশে পুনরায় এক ব্যক্তি কাছা- ড়ের চা করদিগের অত্যাচার বৃত্তান্ত লিখি- য়াছেন। অসমর্থ ব্যক্তিকেও বলপূর্ব্বক কাজ করাইয়া লইবার প্রথা " শ্রীবৃদ্ধি কারীর" নামে পরিত্যাগ করিবেন?

আমরা গত বারে লিখিয়া ছিলাম ইউ- রোপীয় মহলে চেষ্টা হইতেছে, মেষ পালকের প্রাণ হন্তা রজের অনুমত প্রাণ দণ্ড না হয়। এবারে বিলিক্ষণ ... নষ্ট হ ... ন, ...

... এই আবেদন করিতেছেন, যে রজের প্রাণ দণ্ড না হইয়া যেন দ্বীপান্তর বাসের অনুজ্ঞা যাবজ্জীবন কারাবাসের আদেশ হয়। উক্ত পত্রের সম্পাদক রজের দোষ লঘু করিবার নি মিত্ত বলেন, রজ সৈনিক পুরুষ, মেষ পালকে- রা ভয় প্রদর্শন করাতেই রজ ক্রোধে অধীর হইয়া উহাদিগের এক ব্যক্তির প্রাণ সংহার করিয়াছে। অন্য লোকে কি ক্রোধাদি রিপুর বশীভূত না হইয়া সুস্থচিত্তে প্রাণি হত্যা করে?

অযোধ্যা ডেপুটীর এক জন পত্রপ্রেরক মানা সাহেব ও তাহার ভ্রাতার বিষয়ে এই রূপ লিখিয়াছেন — " আমি (পত্রপ্রেরক) ১৮৫৩ অব্দে যখন তাঁহাকে (মানা সাহেব কে) দেখি, তখন তাঁহার বয়স প্রায় ২৮ স ... প্রায় ... ইঞ্চ লম্বা, গৌরবর্ণ ... গোল ও তীক্ষ্ণ ... এবং তাঁহার কর্ণ বিদ্ধ। ফলতঃ মানা সাহেবে ... র মূর্ত্তি এমনি যে তিনি কে যদি ... ক্রি মানা সাহেবের নিকট রাখা হয় তথাপি তাহাকে অনায়াসে চিনিয়া লওয়া যায়। ... হার আতাও এক জন প্রসিদ্ধ লোক। আমি তাঁহার সহিত সর্ব্বদাই বাস করিতাম, তাঁহা সহিত কথোপকথন কালে তিনি প্রায়ই এই কথা তুলিতেন যে গবর্ণমেণ্ট তাহার ভ্রাতার প্রতি অন্যায় ব্যবহার করিয়াছেন এবং ... ব্যক্তিকে পার্লিয়ামেণ্টে আবেদন করিতে পা ঠাইয়া দেওয়া হয়, সে ঠকাইয়াছে। ... উহা মর্ম্মান্তিক করাতেই মানা সাহেব বিদ্রো হে প্রবৃত্ত হন।

নদীয়ার প্রসিদ্ধ হর্সেল সাহেব রেভিনিউ বোর্ডে নিয়োজিত হওয়াতে হিন্দু পেট্রিয়ট সম্পাদক এই অবসরে নদীয়ার প্রজাদিগের তাঁহার নিকটে কৃতজ্ঞতা এ দর্শনের অনু রোধ করিয়াছেন। আমরাও এই অনুরোধের অনুমোদন করিতেছি।

এক ব্যক্তি রামপুর বোয়ালিয়া হইতে আমাদিগের নিকটে লিখিয়া পাঠাইয়াছেন "আজি কালি এখানে আম বিক্রয়ের উপর পুলিস কাটেমিয়ানদিগের দৌরাত্ম্য দেখিতেছি, উহারা আম লইয়া মূল্য দেয় না, মূল্য চাহিলে ... করিতে যায়। ... ' পুলিস ...

...টিনিয়াম হইয়া উঠিয়াছে। পুলিসের লোক না হইলে অন্যের উপরে আর কে দৌরাত্ম্য করিবে?

উক্ত পত্রপ্রেরক আরো বলেন “এখানকার (রামপুর- বোয়ালিয়ার) নূতন কালেক্টর শ্রীযুত সদরলাণ্ড সাহেব পূর্ব্বকার অনেক নিয়ম পরিবর্ত্তন করিতেছেন। তিনি বিলিয়ার্ড খেলায় কালযাপন করেন না এবং বক্তৃতার মুসাবিদাও আর পেস্কারের দ্বারা লিখান না। কয়েক জন মুহুরি বিদায় লওয়াতে তাহাদিগের কর্ম্মে পেস্কারের পরিচিত লোক না রাখিয়া স্কুলের ছাত্রের অন্বেষণ করেন।” শ্রীবৃদ্ধিকারিদিগের পক্ষে উনি কেমন?

হিন্দু পেট্রিয়টের এক জন পত্রপ্রেরক আসামের চা করদের এক অত্যাচারের বিষয় লিখিয়াছেন তাহা শ্রবণ করিলে শরীর রোমাঞ্চিত হয় এবং রাজপুরুষদের বিচারের উপর অভক্তি জন্মে।

কাছারিপুকুরি কুঠির অধ্যক্ষ সাহেব রামপ্রসাদ কে নামে এক জন মুহুরিকে একদিন কটু কথা কহিয়াছিলেন, পুনঃ পুনঃ এইরূপ কহাতে সে কহিল এপ্রকার করা অন্যায়, যদি আমি অপরাধ করিয়া থাকি তাহা অধ্যক্ষকে জানাইয়া দণ্ড করুন। সাহেব এই কথায় আরো কটু কহিলেন। মুহুরি সহ্য করিতে না পারিয়া অধ্যক্ষকে জানাইতে যাইতেছিলেন, সাহেব তাহা শুনিয়া কুপিত হইয়া ধরিয়া আনাইয়া, বাটি দ্বারা প্রহার করেন এবং আপন ভৃত্যদের দ্বারা ধৃত করাইয়া স্বয়ং অধ্যক্ষের নিকট লইয়া যান সেখানে যাইয়া, কানে কানে অধ্যক্ষকে কি কহিয়া পুনরায় প্রত্যাগমন করিয়া সমস্ত রজনী গুদাম ঘরে বন্ধ করিয়া রাখেন। পর দিন প্রাতঃকালে কুঠীর সকল লোকের সম্মুখে আনিয়া ভূতলে নিক্ষেপ করিয়া বেত্র দ্বারা পৃষ্ঠে প্রহার করিতে করিতে বেত্র ভগ্ন হইল। পরে এক চাবুক আনিয়া তদ্দ্বারা এতাদৃশ প্রহার করিলেন যে পৃষ্ঠে তিলার্দ্ধ স্থান রহিল না এবং বরং অচৈতন্য হইলেন। মুহুরি এক বারে জ্ঞানশূন্য হইলে, সাহেব মুহুরির মৃত্যু হইয়াছে জানিয়া ভূমিতে প্রোথিত করিতে আজ্ঞা দিলেন, কিন্তু তাহার প্রাণ তখন বাহির হয় নাই, বরকন্দাজেরা জলসেচন ও বাতাস করিতে করিতে অনেকক্ষণের পর চক্ষু উন্মীলন করিল। সাহেব বিচারের হস্ত হইতে মুক্ত হইবার জন্য ১৫ ক্রোশ দূর এক স্থানে তাহাকে প্রেরণ করিলেন এবং তাহার গৃহ ভগ্ন করিয়া সমগ্রী সকল ইতস্ততঃ নিক্ষেপ করিয়া তাঁহার পরিবারগণকে বহিষ্কৃত করিয়া দিলেন।

শিবসাগরের ডেপুটি কমিসনর ইহা শ্রবণ করিয়া তাঁহাকে মুক্ত করিতে আজ্ঞা দিয়া আপন সহকারি ক্লোক সাহেবকে এবিষয় অনুসন্ধান করিতে কহিলেন। ক্লোক সাহেব তথায় উপস্থিত হইয়া আসাম কোম্পানির অধ্যক্ষকে জিজ্ঞাসা করিলেন (উনি একজন অবৈতনিক মাজিষ্ট্রেট) তিনি কহিলেন একি দুই নয়, মুহরি অকৃতজ্ঞতা প্রকাশ করিয়াছিলেন বলিয়া অল্প শাস্তি প্রদত্ত হইয়াছে এবং উহার বাটী আসামে একারণ তথায় প্রেরিত হইয়াছে। ইহাই যথার্থ বিবেচনা করিয়া আর কোন অনুসন্ধান হইল না। পুলিশ দ্বারা মুক্তি প্রাপ্ত হইয়া মুহরি ডেপুটি কমিসনরকে আপন পিঠ দেখাইয়া সাহেবের নামে নালিষ করিল। তাহার পিঠে এক বিন্দু চর্ম্ম ছিল না। সাহেব দোষ স্বীকার করিয়া কহিলেন মুহরি প্রথমে আমাকে প্রহার করে এবং আমি আত্ম রক্ষার্থ উঁহাকে প্রহার করিয়াছি। পাঠকগণ সাহেবের কি শাস্তি হইবে বিবেচনা করেন? এতাদৃশ গুরুতর দোষে গুরুতর শাস্তি সন্দেহ কি? বিচারপতি অনেক ক্ষণ ভাবিয়া স্থির করিলেন একেশীয়দের পিঠের চর্ম্মের কতক মূল্য হইবে তজ্জন্য সাহেবের ২ টাকা জরিমানা করিলেন।

৫ঠা আষাঢ় মঙ্গলবার।

ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট সমগ্র ভারতবর্ষের আয় ব্যয় ও লোক সংখ্যা নির্ণয় করিবার জন্য এক সভা সংস্থাপন করিয়াছেন। গবর্ণর জেনেরলের ইচ্ছা এই যে কোন কোন স্বাধীন সভা বিষয় বিশেষের ভার গ্রহণ করেন। এসিয়াটিক সোসাইটি, বণিক সভা প্রভৃতি এবিষয়ে বিশেষ সহায়তা করিতে পারেন।

গবর্ণমেণ্ট আজ্ঞা করিয়াছেন ভারতবর্ষীয় ও বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভার যাবতীয় সভ্য “অনরেবল” (মান্যবর) উপাধি পাইবেন। সকলকে তাঁহাদিগকে এই উপাধি দ্বারা পত্রাদি লিখিতে হইবে।

আরাকানে মেইলের বাষ্পীয় জাহাজ ... ঘটিকা মাত্র থাকিত। তন্নিমিত্ত তত্রত্য বণিকদিগের কষ্ট হওয়াতে ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট ব্রহ্মদেশের প্রধান কমিসনরের অনুরোধে জাহাজ নয় ঘটিকা রাখিবার আজ্ঞা করিয়াছেন।

হরকরা সম্পাদক বলেন গবর্ণমেণ্ট অতি শীঘ্র আর কয়েক ব্যক্তিকে নদীর তত্ত্বাবধারকের পদে নিযুক্ত করিবেন। ইহা দ্বারা আরোহীদিগের সবিশেষ উপকার দর্শিবে।

ইংলিসমান সম্পাদক বলেন ঢাকার ... রেলওয়ের কার্য্য শীঘ্র সম্পূর্ণ হইবে। তন্নিমিত্ত তত্রত্য নদীতে একখানি আলোর জাহাজ ও কয়েকজন আড়কাটীকে প্রেরণ করা হইবে, কিন্তু আমারা শুনিতেছি শিয়ালদির পুল ... গিয়াছে।

পূজার পূর্ব্বে পূর্ব্ব বাঙ্গালার রেইল বাষ্পীয় শকট চলিতে পারে। আমরা ৫ জুলাই মাসের প্রারম্ভে একখানি পঃ... শকট যাইবে।

জাবা দ্বীপের নিকটে বোম্বেটিয়ারা ... অত্যাচার করিতেছে, কয়েকখানি ওলন্দাজ ও ইংরাজী জাহাজ তাহাদিগের দমনার্থ গমন করিয়াছে।

ফিনিক্স সম্পাদক বলেন প্রধানতম ... লন্ড শীঘ্র স্থাপিত হইবে, ১লা জুলাই অবধি কার্য্য আরম্ভ হইবার সম্ভাবনা আছে।

উক্ত সম্পাদক নসিরাবাদ হইতে সংবাদ প্রাপ্ত হইয়াছেন, সম্প্রতি নিমচের নিকটে কয়েকজন দস্যু ডাক লুঠে ও একজন প্রহরীকে আহত করিয়া পলায়ন করিয়াছে।

ইংলণ্ডের সুবিখ্যাত ডাক্তর উল্‌ফের মৃত্যু হইয়াছে। ইনি পূর্ব্বে এক জন য়িহুদি ছিলেন। কিন্তু খৃষ্টীয় ধর্ম্ম অবলম্বন করিয়া পৃথিবীর সকল স্থানে উক্ত ধর্ম্ম ঘোষণা করেন। এজন্য তাঁহাকে অনেক কষ্ট পাইতে হইয়াছিল। পৃথিবী খৃষ্টীয়ান মিসনরিদিগের নিকট অনেক বিষয়ে ঋণগ্রস্ত।

বাঙ্গালী সম্পাদক বলেন বীরভূমের এক জন শ্রীবৃদ্ধিকারী দলের, ডেপুটি মাজিষ্ট্রেট তত্রত্য এক জন উকীলকে ও এতদ্দেশীয় সব...

[illegible] ব্যক্তি দেওয়াতে উকীল তাঁহার নামে গবর্ণমেণ্টে [illegible] করেন। লেপ্টেনণ্ট গবর্ণর [illegible] বর্ডাণ্ট ওয়েলসকে সস্পেণ্ড [illegible]

গঙ্গায় ঐ [illegible] হাঙর ও কুম্ভীরের বৃদ্ধি হইয়াছে। কয়েক দিবস পূর্ব্বে এক জনকে [illegible] গত কল্য একটী হাঙর এক জন [illegible] করিয়াছে।

গত [illegible] বাবু প্রসন্ন কুমার ঠাকুরের [illegible]ট একটি বালক জলমগ্ন হইয়া প্রাণত্যাগ [illegible]য়াছে।

৫ই আষাঢ় বুধবার।

ফিনিক্সের বরিসালের সংবাদ দাতা [illegible]হেন, তথায় এক স্ত্রীহত্যা হইয়া গিয়াছে। [illegible]চন্দ্র রায় নামে এক জমিদারসন্তান এক [illegible] [illegible]িয়াছিলেন। ক্রমে তাহাকে আপন [illegible]য়া রাখেন। সে রন্ধন করিয়া দিত, [illegible] আহার করিতেন। পরে বাটির লোকে [illegible] যোগ করাতে তাহাকে স্থান স্তরে [illegible]। ঐ বেশ্যার এক চাষারের সহিত [illegible] হয়। বাবু তাহা জানিতে পারিয়া [illegible]কে স্বহস্তে হত্যা করিয়াছেন। বাবু [illegible] আপন দোষ স্বীকার করিয়াছেন। [illegible] গুণপুরুষ হইতেই মফস্বলের শ্রীবৃদ্ধি [illegible]

ইংলিসম্যানের, কটকের সংবাদদাতা [illegible] সুকন্ন সা নামে বিখ্যাত বিদ্রোহী [illegible]মেণ্টের হস্তে আত্ম সমর্পণ করিয়াছে। ঐ ব্যক্তি প্রথম হাজারিবাগের [illegible] ছিল, [illegible] তাহা ভগ্ন করিয়া অনেক সহচর সমভি[illegible] পলায়ন করে [illegible] [illegible]ইয়া পুনরায় বিদ্রোহ [illegible] একণে [illegible]মসনর সাহেবের অনুরোধে [illegible] ১০০০ টাকা বার্ষিক দিবেন [illegible] [illegible]। তাহার ভ্রাতাকে [illegible] [illegible] হইবে।

একণে আবার [illegible] নামে মেজর বিস্তার ছুরাত্মা [illegible] [illegible]িয়াছেন। তিনি আপন নাম পরিবর্ত্ত করি[illegible] [illegible]ট নামে এক সাহেবের বাটিতে ছিল। [illegible]হাকে কলিকাতায় আনয়ন করা হইয়াছে [illegible] সিম্ট সাহেব তাহাকে স্থান [illegible] [illegible]য়াছিলেন বলিয়া ধৃত হইয়াছেন। তিনি কহেন এবিষয় কিছুই জানেন না। একণে জামিন দিয়া মুক্ত হইয়াছেন কিন্তু উঁ[illegible] বিচার হইবে। মকদ্দমা অতি শীঘ্র আরম্ভ হইবে।

হরকরা সম্পাদক কহেন কাছাড়ের অধ্য[illegible]ক গবর্ণমেণ্টে লিখিয়াছেন এবার ও প্রদেশ হইতে দশ লক্ষ টাকার চা রপ্তানি হইবে এবং আর বৎসর উহার দ্বিগুণ হইবার সম্ভাবনা মজুরের জন্য কষ্ট হইতেছে, অনেকে পলায়ন করিয়াছে। কিন্তু কেহ কাহাকে ধরিয়া আনিলে ৫ টাকা পুরস্কার পাইবে এই প্রচার করিয়া দেওয়াতে একণে অনেকে ধৃত হইয়া আসিতেছে। আমেরিকার দক্ষিণ বিভাগের তুলা উৎপাদনকারিদিগের প্রথা অবলম্বন করিলে অধিক চা জন্মিতে পারে!!।

উক্ত সম্পাদক আরো কহেন ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট নিম্নলিখিত তিনটি বাটি নির্ম্মাণ জন্য ৫০ লক্ষ টাকা মঞ্জুর করিয়াছেন।

রাইটার্সবিল্ডিং (কোম্পানির বারিক) পুন নির্ম্মাণ	৩৫,৫০০০
পোষ্ট আফিস নির্ম্মাণ জন্য	৮০০০০
প্রেসিডেন্সি কালেজ নির্ম্মাণ জন্য	৫৫০০০
একুনে	৫০,০০০০

লাহোর ক্রনিকেল সম্পাদক কহেন তথায় ভয়ানক ঝড় বৃষ্টি হইয়া গিয়াছে। আর গ্রীষ্ম নিবন্ধন কোন কষ্ট নাই।

গত সোমবার লেপ্টেনণ্ট গবর্নর মাদ্রাসা কালেজ দর্শন করিতে গিয়াছিলেন। বিদ্যাবিষয়ে মুসলমান দিগের উৎসাহ বৃদ্ধির জন্য তিনি অতিশয় যত্নবান আছেন, তাহা [illegible] ব্যক্ত করিয়াছেন। [illegible] মুসল[illegible]দিগের বিদ্যাভ্যাসে মনোযোগ হওয়া বড় সহজ কথা নহে। বীডন সাহেবের আগমন জন্য মাদ্রাসা কালেজ ও কলিঙ্গা ইস্কুল ১ দিন [illegible] হইয়াছিল। বীডন সাহেবের অন্যান্য বি[illegible] গমন করা কর্ত্তব্য।

৬ই আষাঢ় বৃহস্পতিবার।

[illegible] হতভাগা ব্যক্তি কলিকাতে নাম[illegible] [illegible] নীলকর দত্ত কর, সে গত কল্য কিবর [illegible] প্রাণ ত্যাগ করিয়াছে। গবর্ণমেণ্ট [illegible] করণার তাহার মৃত্যুর [illegible] অন্বেষণ করিবেন সর্ব্বসাধারণে পাছে [illegible] তাহাকে বিষ পান করা[illegible] হইয়াছে, তন্নিমিত্ত এই [illegible] হইতেছে ভারতবর্ষীয় গবর্ণমেণ্টকে কেহই এত নীচ ভাবেন না। সে ব্যক্তির কারাগারে বৃথা কষ্ট ভোগ হওয়াতেই প্রাণ বিয়োগ হইয়াছে একথা সর্ব্বসাধারণকে ও ভারতবর্ষীয় গবর্ণমেণ্টকে স্বীকার করিতে হইবে।

ইংলণ্ড হইতে এক একটি সৈন্য আনয়ন করিতে দ্বিগুণ ব্যয় হয়। গবর্ণমেণ্ট [illegible] মনস্থ করিয়াছেন যে সকল সেনার কার্য্যের সময় উত্তীর্ণ হইবে তাহারা যদি পুনর্ব্বার সেনা দলে প্রবেশ করিতে চায় নিম্ন লিখিত টাকা পুরস্কার স্বরূপ দিয়া নিয়োজিত করা হইবে।

হর্স আর্টিলেরি	১৩১।৵৫
রয়াল ঐ	১২৫৸০
ইঞ্জিনিয়র	১২৫।৴
অশ্বারোহী	১৫০।৵৫
পদাতিক	১১২৸১৫

ইহা দ্বারা অনেক ব্যয় সংক্ষেপ হইবে ও উত্তম সৈন্য পাওয়া যাইবে।

হারবি সাহেব প্রতিনিধি আকাউণ্টাণ্ট জেনরল হইতেছেন। তিনি একণে ৩০০০ টাকা পাইতেছেন তদতিরিক্ত আর ৫০০ টাকা পাইবেন। বোম্বাইয়ের পোষ্ট মাষ্টর জেনরল ১৫৮০ বেতন পাইতেন ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট একণে তাহাকে ২০০০ টাকা দিবেন। সিবিল ফিনান্স কমিসন ব্যয় সংক্ষেপ করিয়াছিলেন একণে আবার সর্ব্ব স্থলে বৃদ্ধি হইতে [illegible]।

হরকরা সম্পাদক বলেন এতদ্দেশীয় প্রায় এক সহস্র লোক দেং পালকের হত্যাকারী র[illegible] ক্ষমার জন্য ইউরোপীয় গণের সহিত আবেদন করিয়াছেন। আবেদন প্রথমতঃ গ্রাণ্ট সাহেবের নিকটে প্রেরণ করা হয়, কিন্তু হত্যা তাঁহার সীমার মধ্যে হয় নাই বলিয়া তাহা গবর্ণর জেনরলের নিকটে প্রেরণ করা হইয়াছে। সম্পাদক বলেন এতদ্দেশীয়েরা এই আবেদনে স্বাক্ষর করাতে ইংরাজদিগের সহিত এতদ্দেশীয়দিগের বিশেষ সদ্ভাব জন্মিবে। ইউরোপীয়েরা যা ইচ্ছা তাই করিলেও এতদ্দেশীয়েরা যদি কিছু না বলিয়া চুপ করিয়া থাকেন তাহা হইলেই সদ্ভাব। এই সদ্ভাব সর্ব্বত্র [illegible] না বলিয়াই মধ্যে মধ্যে বিবাদ বাধে এতদ্দেশীয়ে[illegible] এক সহস্র ব্যক্তি স্বাক্ষর করিয়াছেন[illegible]

? ইউরোপীয়দিগের আফিসের কেরাণীরা ত?

সিমুলা হইতে একজন হরকরা পত্রে লি- খিয়াছেন তত্রত্য বলকিয়র সেনারা নগরের ভিতরে বন্দুক ছুড়িয়া থাকেন। কারণ তত্রত্য লোকেরা যেন বুঝিতে পারে যে গ্রাহী হইলে বলকিয়রেরা উহাদিগকে ক্ষণাৎ দণ্ড দিতে পারিবেন। এই সকল কেরাই বিদ্রোহকে নিমন্ত্রণ করিয়া আনে।

দিল্লীগেজেট সম্পাদক বলেন লালা জ্যো- ঃ প্রসাদ প্রধান সেনাপতির অনুরোধে তাঁ র সহিত সাক্ষাৎ করিতে গিয়াছেন। তাঁ- কে পুনর্ব্বার কমিসরিএটের ভার দেওয়া হ- ব। জ্যোতিঃ প্রসাদ এ কার্য্যের বিশেষ উ- যুক্ত।

অযোধ্যা গেজেট সম্পাদক বলেন সম্প্র- এক ব্যক্তি দুরিয়াবাদ গ্রাম দগ্ধ করিতে উদ্যত হইয়াছিল এমত সময়ে সে ধৃত হইয়াছে। সম্পাদক অনুমান করেন সে বিদ্রোহের এক জন উদ্যোগী। ইহারাই দিনে বধ দর্শন ক-

উক্ত সম্পাদক আরও বলেন পাটনার ভূতপূর্ব্ব কমিসনর টেলর সাহেব (যিনি এক্ষণে কলের কার্য্য করিতেছেন) তত্রত্য প্রধান ..র আফিসের দুশ্চরিত্রতার বিষয় গবর্ণমে- র গোচর করিয়াছেন।

মাঞ্চেষ্টরের তন্তুবায়দিগের সহায়তার ...বাগেনগরে ৩৩, ২১৮ টাকা চাঁদা হ ...ছে। এখানেও চাঁদা করা কর্ত্তব্য।

এ বৎসর ১৯০ জন সিবিলিয়ান হইবার ...ক্ষা দিবেন। ৮০ জন নূতন সিবিলিয়ান ...ক্ত হইবেন। পরীক্ষার্থিদিগের অধিকাংশ ...কৃত ভাষায় পরীক্ষা দিতেছেন। সংস্কৃত ...রা ক্রমে ভারতবর্ষ ত্যাগ করিয়া ইউরোপে ...বেন।

টাইমস অব ইণ্ডিয়া গুজরাটী ও মহারা- ...র কাবার সংবাদ পত্রের প্রস্তাব সকল অ- ...দ করিয়া মুদ্রিত করিতেছেন। কলিকা- ...র দৈনিক সম্পাদকেরা এপ্রকার না করেন ...ন?

কাবুল হইতে সংবাদ আসিয়াছে আমীর ...স্ত মহম্মদ খাঁ হিরাট আক্রমণ না করিয়া ক্ষান্ত হইবেন না। বোখারার রাজা তাঁহাকে সুলতান জানের সহিত সন্ধি করিতে অনু- রোধ করেন, কিন্তু বৃদ্ধ আমীর তাহাতে অস ম্মত হইয়াছেন।

তুরস্কনগরে অদ্যাপিও গোলযোগের শা- ন্তি হয় নাই। বিস্তর লোক প্রাণ ত্যাগ করি- য়াছে; আমাদিগের যাবতীয় নগরের মিউ- নিসিপাল বন্দোবস্ত ভাল না হইলে এই সকল অনিষ্ট সর্ব্বদা ঘটিবে।

সম্প্রতি মক্কা হইতে মুসলমানদিগের নি কটে যে পত্র আসিয়াছে তাহাতে তত্রত্য ই- মাম বলেন গেব্রিএল দূত পৃথিবীতে চারিবার আগমন করিবেন। প্রথম আসিবাবার রাজা ও শাসন কর্ত্তারা নিজ নিজ ক্ষমতা হইতে বঞ্চিত হইবেন। এবং সর্ব্ব স্থানে অরাজক ও বিশৃঙ্খলা হইবে। দ্বিতীয় বারে মনুষ্যদিগের খাদ্য তিক্ত বোধ হইবে। তৃতীয়বারে সতীত্ব ধর্ম্ম পৃথিবী হইতে অন্তর্হিত হইবে, সকলে যথেচ্ছাচারী হইবে এবং চতুর্থ বারে পৃথিবী উৎসন্ন হইবে। মুসলমানদিগের শুধরিবার অনেক বিলম্ব আছে

৭ই আষাঢ় শুক্রবার।

নানাসাহেবের কোমর বন্ধ ৪৭০০০ টাকায় বিক্রীত হইয়াছে। সমুদায় দ্রব্য বিক্রয় হইলে বিস্তর টাকা লভ্য হইবার সম্ভাবনা আছে। দুর্ব্বুদ্ধিতা হেতু এই সমুদায় ঐশ্বর্য্য গেল।

বণিক সম্প্রদায় মাঞ্চেষ্টরের অকর্ম্মণ্য দুর্ভিক্ষপীড়িত মজুরদিগের সহায়তার জন্য চাঁদা গ্রহণ করিবার বিজ্ঞাপন করিয়াছেন। এদেশীয় সকলের এবিষয়ে সহায়তা করা কর্ত্তব্য।

জামালপুর পর্য্যন্ত রেইলওয়ে খুলিয়াছে। তথায় পরীক্ষার জন্য আপাততঃ ছয় মাসের নিমিত্ত একটি ডাকঘর হইয়াছে।

ফিনিক্সের সম্বলপুরের সংবাদদাতা ব লেন তত্রত্য ডেপুটি কমিসনরের যত্নে যাবতীয় বিদ্রোহীসর্দ্দার আত্ম সমর্পণ করিয়াছেন, এক ব্যক্তিমাত্র অদ্যাপিও ইংলণ্ডেশ্বরীর অধী- নতা স্বীকার করেন নাই। গবর্ণমেণ্ট ডেপুটি কমিসনরকে পুরস্কার দিবেন। কার্য্যদর্শন ইহার কারণ।

সমাচার হিন্দুস্থানী সম্পাদক পুনর্ব্বার ক- হিয়াছেন সম্প্রতি বিদ্রোহের যে আশঙ্কা হইয়াছে তাহার কোন মূল নাই। এক্সচেঞ্জ প্রভৃতি তদ্বার্ত্ত সম্পাদকেরাও একমত হইয়াছেন।

ইণ্ডিয়ান রিফর্ম্মার সম্পাদক আমাদের কথার প্রতিবাদ করিয়াছেন। আমরা যে কথা কহিয়াছিলাম তিনি তাহার পোষকতা করিয়া বলেন রক্তের ফাঁসী হইলে ভারতবর্ষীয় দু- র্বৃত্ত ইংরেজেরা এতদ্দেশীয়দিগের প্রাণ বধ করিতে সাহসী হইবে না।

৮ই আষাঢ় শনিবার।

ইংলণ্ডেশ্বরীর রাজ্যাভিষেকের দিন বলি- য়া গত কল্য কয়েকটি তোপ হইয়াছে।

সেনাপতি সাউরার্স পুনর্ব্বার অযোধ্যা পর্ব্বতে গমন করিয়াছেন।

গবর্ণর জেনেরল জন রুককে ক্ষমা করি- লেন না। তিনি বিবেচনা করিয়া স্থির করি- য়াছেন সে ক্ষমার যোগ্য পাত্র নহে। বোধ হয় এইবার 'হঠাৎ মৃত্যুর' সংখ্যা অল্প হই- বে। সোমবার তাহার ফাঁসী হইবে।

হরকরা সম্পাদক বলেন দুরাত্মা হিদি... দেবরূপকে ধৃত করিবার সংবাদ গবর্ণমেণ্টের নিকটে আইসে নাই, কিন্তু তিনি যে ব্যক্তির নিকটে সংবাদ পাইয়াছেন তাহা অসত্য হই বার সম্ভাবনা নাই।

হাওড়া হইতে এক জন ইউরোপীয় মিকস পত্রে লিখিয়াছেন ১৭ই জুন রাত্রিতে এক ব্যক্তি তাঁহার মালিকে এক ছুরিকা ঘা... বধ করিয়াছে। থানা হইতে তাঁহার বাটী অল্প দূর মাত্র, তথাপি হত্যাকারী ধৃত হ... নাই। কি আক্ষেপের বিষয়! ক্রমশঃ সকলে... রই জীবন ও সম্পত্তি বিপদে পতিত হইতে... থাকিল। মালির "হঠাৎ ছুরিকাঘাতে" মৃত্য...

যে যে স্থানে বঙ্গদেশীয় ব্যাঙ্কের শাখা... হইয়াছে, তথায় গবর্ণমেণ্টের আর স্বত... ট্রেজুরি থাকিবে না।

ইংলিসম্যান সম্পাদক বলেন গবর্ণরজেনে... রল প্রধান সেনাপতিকে কলিকাতায় আসিতে... আজ্ঞা করিয়াছেন। কারণ?

নিম্ন লিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগ... বিক্রীত হইতেছে:—

৪ টাকার সিক্কা	৯৩৫০,৯...
৪ টাকার কোম্পানির	৯৩'০।৯...
৫ টাকার ঐ	১০৪।।১...
৫।। টাকার ঐ	১১২।১১২...

তত্ত্বকরী পত্রিকা হইতে [illegible]

ইউনাইটেড এষ্টেট্‌স্‌—[illegible] যুদ্ধ।

আমেরিকা দেশ একণে যে [illegible] যুদ্ধ [illegible] তাহা অবগত আছেন। কিন্তু [illegible] উহাদের যুদ্ধের অপর্য্যবসান [illegible] লোক [illegible] কেই তাহা অবগত নহেন। দাসত্বই ঐ [illegible] মূল কারণ। ঐ দাসত্ব কিং স্বরূপ এবং [illegible] দেশে উহা কিরূপ প্রচলিত আমরা এক্ষণে সেই বিষয় লিখিতে প্রবৃত্ত হইতেছি।

[illegible] উচ্চ শৈলাবলী, দূরবাহিনী তরঙ্গিণী [illegible] বিস্তীর্ণ অরণ্যানী, সমুদ্রের সুদীর্ঘ হ্রদশ্রেণী [illegible] নির্ঝরনিচয় ও দর্শনীয় পদার্থ সকল থাকিলে [illegible] গৌরব হয়, তাহা হইলে ইউনাইটেড এষ্টেট্‌স অপেক্ষা গৌরবান্বিত দেশ [illegible] কোন অংশে আর দৃষ্টি গোচর হয় না। [illegible] কেবল নৈসর্গিক গরিমাই উহার এক মাত্র [illegible]। উহার ইতিবৃত্তও অত্যন্ত কৌতুকজনক [illegible] বৎসর পূর্ব্বে উহা [illegible] অরণ্যে পরিপূর্ণ ছিল এবং ভয়ানক হিংস্র জন্তু ও তদপেক্ষাও অধিকতর ভয়ানক [illegible] গণের আবাস স্থান ছিল। কিন্তু একণে উহা [illegible] কীর্ণ নগর ও জনপদে পরিপূর্ণ হইয়াছে; [illegible] শকট ও বাষ্পীয় পোত উহার চতুর্দ্দিকে [illegible] করিতেছে, তাড়িত বার্ত্তাবহ অদ্ভুত [illegible] তাদ্ভুত দৌত্যকার্য্যে নিযুক্ত রহিয়াছে, এবং [illegible] ও সরস্বতী দেবী পরম রমণীয় অত্যুজ্জ্বল [illegible] পরিধান করিয়া সর্ব্বত্র বিরাজমানা আছেন। অতএব ঐ দেশের ইতিবৃত্ত অধ্যয়নে স্বভাবতঃই সকলের ইচ্ছা জন্মিয়া থাকে, বিশেষতঃ যখন কোন সহৃদয় ব্যক্তি তাদৃশ ধন ও জ্ঞানালোকসম্পন্ন দেশ মধ্যে [illegible] দাসত্বপ্রথা প্রচলনের কথা শুনিতে [illegible] তাঁহা [illegible] পরিবর্ত্তী থাকেন, [illegible] তাঁহার পূর্ব্বোক্ত ইচ্ছাটিও [illegible] হইয়া উঠে।

দুই শত বৎসরের অধিক কাল গত হইল [illegible] দেশে পিউরিটান্‌ নামে এক সম্প্রদায় [illegible]। তাঁহাদের মতের সহিত [illegible] প্রচলিত [illegible] কোন কোন অংশে অনৈক্য ছিল। ঐ [illegible] বশতঃ পিউরিটানদের প্রতি প্রাচীন সম্প্রদায়ের লোকেরা অনেক অত্যাচার করিতেন। ধর্ম্মের প্রতি পিউরিটানদিগের দৃঢ়তর [illegible] ছিল অত্যাচার ভয়ে কখন কখন তাঁহাদিগকে তাহার বিপরীত আচরণ করিতে হইত। [illegible] তাঁহারা প্রকাশ্যরূপে স্বীয় মতানুযায়ী ধর্ম্মের অনুষ্ঠান [illegible] পারিতেন না। অতঃপর তাঁহারা এই স্থির [illegible] যে, যে ধর্ম্মের আমাদিগের দৃঢ়তর বিশ্বাস আছে লোকভয়ে তাহার বিপরীত আচরণ করা অপেক্ষা দেশত্যাগ করাই সহস্র অংশে উত্তম। তদনুসারে [illegible] মহাত্মা স্বদেশ পরিত্যাগ পূর্ব্বক আমেরিকার বিজন কাননে আসিয়া বসতি করিলেন। ক্রমে ক্রমে তাঁহাদিগের সন্তান সন্ততি জন্মিতে লাগিল ও নূতন নূতন ঔপনিবেশিকেরও সমাগম হইতে লাগিল। ফলতঃ অল্পকাল মধ্যেই ঔপনিবেশিকেরা গণ্য হইয়া উঠিলেন। কিন্তু যদিও তাঁহারা দেশ ত্যাগ [illegible] ধর্ম্ম বিষয়ে স্বাধীন হইলেন বটে [illegible] ইংলণ্ডের অধিবাসী বলিয়া অন্যান্য বিষয়ে তাঁহাদিগকে ইংলণ্ডের অধীন থাকিতে হইল। অনন্তর তাঁহারা ইংলণ্ড দেশের অসহ্য অত্যাচারে প্রপীড়িত হইয়া ১৭৭৬ খৃঃ অব্দে ৪ ঠা জুলাই “ ঔপনিবেশিকেরা ইংলণ্ডের অধীনতা পরিত্যাগ করিয়া স্বাধীনতা অবলম্বন করিল ” এই বলিয়া ঘোষণাপত্র প্রচার করিয়া দিলেন। ইংলণ্ডীয়দিগের সহিত ঘোরতর যুদ্ধ হইতে লাগিল। পরিশেষে দীর্ঘ কালব্যাপী তুমুল সংগ্রামের পর মহাবীর ওয়াশিংটনের বীরত্ব ও মহাত্মা ফ্রাঙ্কলিনের বুদ্ধিবলপ্রভাবে আমেরিকানরা যুদ্ধে জয়ী হইলেন ও ১৭৮৩ খৃঃ অব্দে ইংলণ্ড উহাদের স্বাধীনতা স্বীকার করিলেন।

ঘোষণাপত্র প্রচার করিবার পূর্ব্বে আমেরিকানেরা ভিন্ন ভিন্ন তেরটী প্রদেশে বাস করিয়া আসিতেছিলেন। পরে ঐ তেরটী প্রদেশে মিলিত হইয়া ঘোষণাপত্র প্রচার করাতে ঐ গুলির নাম ইউনাইটেড এষ্টেট্‌স (মিলিত প্রদেশ) হয়। কিন্তু উত্তরোত্তর প্রদেশ-সংখ্যার বৃদ্ধি হওয়াতে ইউনাইটেড এষ্টেট্‌স একণে অতি বৃহৎ রাজ্য হইয়া উঠিয়াছে। এক্ষণে উহাতে ৩৫টী প্রদেশ ও চারিটী অন্তর্ভুক্ত প্রদেশ আছে। *

[illegible] প্রদেশে স্বতন্ত্র স্বতন্ত্র [illegible] অধিকারিণী সভা ও স্ব [illegible] আছে; এক প্রদেশের [illegible] সহিত অন্য প্রদেশের [illegible] কোন সম্বন্ধ নাই। [illegible] নগরে একটী মহাসভা [illegible] সাধারণ হিতাহিত বিষয়ের [illegible] হইয়া থাকে। ঐ সভার নাম কং[illegible] গণ [illegible] নাম প্রেসিডেন্ট। ইংলণ্ডের যেরূপ পার্লিয়ামেণ্ট, ইউনাইটেড এষ্টেট্‌সের মধ্যে [illegible] সভাও সেইরূপ। ইংলণ্ডে কমন্সদের [illegible] লর্ডদের সভা, এবং রাজা এই সকলের একমত না হইলে যেমন কোন নিয়ম বিধিবদ্ধ হয় না, এখানেও তেমনি রেপ্রেজেন্টেটিভদের সভা, সেনেট, ও প্রেসিডেণ্ট এই সকলের ঐকমত্য না হইলে কোন নূতন নিয়ম বিধিবদ্ধ হইতে পারে না। ইংলণ্ডে যেমন রাজা কোন কোন কার্য্য পার্লিয়ামেণ্টের বিনানুমতিতেও স্বয়ং করিতে পারেন এখানেও প্রেসিডেণ্টের প্রায় সেইরূপ ক্ষমতা আছে, যে যে বিষয়ে ইংলণ্ড ও আমেরিকার সাদৃশ্য নাই বাহুল্য ভয়ে তাহা আমরা এস্থলে বলিতে পারিলাম না।

* (উত্তর ভাগে) —

মেইন
নিউ হাম্পশায়র (২)
বর্মণ্ট
ম্যাসাচুসেট্‌স (২)
[illegible] আইল্যাণ্ড (২)
কনেক্টিকট (২)
(মধ্য ভাগে)
নিউ ইয়র্ক (২)
পেন্সিলভেনিয়া (২)
১। নিউ জর্সি (২)
১। ডেলাওয়ার (২)
১। মেরিলণ্ড (২)
কলম্বিয়া ডিষ্ট্রিক্ট

(দক্ষিণ ভাগে)
১। ভার্জিনিয়া (২)
১। উত্তর কেরোলিনা (২)
১। দক্ষিণ কেরোলিনা (২)
১। জর্জিয়া (২)
১। এলাবামা
১ ফ্লোরিডা
(পশ্চিম ভাগে)
ওহাইও
ইণ্ডিয়ানা
ইলিনয়েস
মিশিগান
১। কেণ্টাকি
১। টেনিসি
১। মিসিসিপী
১। লোসিয়ানা
১। টেক্সাস
১। আর্কেন্সাস
মিসৌরি
উইসকনসিন
আইওয়া
ক্যালিফর্ণিয়া
কান্সাস
মিনেসোটা
অরিগন
(অন্তর্ভুক্ত প্রদেশ)
উটা
নিউ মেক্সিকো
ওয়াশিংটন
১। নেব্রাস্কা

২। এই চিহ্নিত প্রদেশ [illegible] একত্রিত হয়।
১। এই চিহ্নিত প্রদেশ অদ্যাপি দাসত্ব প্রথা প্রচলিত আছে

প্রথম অবধি ইউনাইটেড্ এষ্টেট্স্ ভুক্ত কতক গুলি প্রদেশে দাসত্ব প্রথা প্রচলিত ছিল, কতক গুলিতে ছিল না। দাসত্ব প্রথা যে অতি নিষ্ঠুর প্রথা, লোকপ্রতিমম এক মূর্ত্তিকে দুর্ভেদ্য দাসত্ব শৃঙ্খলে বদ্ধ রাখিয়া ইতর পশুর ন্যায় তাহাদিগকে যদৃচ্ছাক্রমে কশাঘাত ও পণ্য দ্রব্যবৎ ব্যবহার করা যে নিতান্ত অবৈধ—ইহা অংকারান্ধ অল্পবুদ্ধি ব্যক্তিরাও বুঝিতে পারেন নাই। কি আশ্চর্য্য যে ইউনাইটেড্ এষ্টেট্স্ বাসীরা ১৭৭৬ খৃঃ অব্দে পরাধীনতা নিগড় দূরে নিক্ষেপ করিয়া স্বাধীনতা-দেবীর প্রিয় পাত্র হইয়াছেন তাঁহারাই আবার লক্ষ লক্ষ ব্যক্তিকে মহাঘৃণ্য দাসত্ব শৃঙ্খলে বদ্ধ করিয়া রাখিয়াছেন। যে মহাত্মা ওয়াসিংটনের নাম স্মরণ করিলে অন্তরাত্মা পবিত্রতা লাভ করেন, যিনি স্বাধীনতার জন্য প্রাণ পর্য্যন্ত পণ করিয়াছিলেন, তিনিও স্বীয় ক্রীত দাসদিগকে মুক্তি প্রদানে যত্নবান হয়েন নাই। কিন্তু পরমেশ্বরের ইচ্ছায় ক্রমে লোকের জ্ঞানচক্ষুঃ উন্মীলিত হইতেছে, এবং অচিরকাল মধ্যে যে, আমেরিকা দেশের দাসত্ব প্রথা প্রচলন রূপ মহাকলঙ্ক অপনীত হইবে তাহারও সম্ভাবনা হইয়া আসিতেছে।

অতি প্রাচীন কাল অবধি সংসার মধ্যে দাসত্বের প্রথা প্রচলিত আছে। ভারতবর্ষ, গ্রীস, রোম এই সমস্ত প্রধান প্রধান দেশেও ঐ কুপ্রথা প্রচলিত ছিল। যুদ্ধে যে ব্যক্তি পরাজিত হইত সেই ব্যক্তিকেই পুরুষানুক্রমে দাসত্ব স্বীকার করিতে হইত। কখনং যে অধমর্ণ ঋণ পরিশোধ করিতে অসমর্থ হইত তাহাকেও দেয় পরিশোধ স্বরূপ দাসত্ব স্বীকার করিতে হইত। কখন বা অর্থের প্রয়োজন বশতঃ কেহং পুত্র প্রভৃতিকে বিক্রয় করিত এবং ঐ বিক্রীত ব্যক্তিরা ক্রেতার নিকট চিরকাল পুত্রপৌত্রাদি ক্রমে দাসত্ব শৃঙ্খলে বদ্ধ হইত। প্রভু মনে করিলে দাসদিগকে বিক্রয় করিতে পারিতেন। এমন কি দাসকে হত্যা করিলেও প্রভুর বিশেষ দণ্ড হইত না। ফলতঃ আমরা গো, অশ্ব, মেষ প্রভৃতি পশুগণের প্রতি যেরূপ ব্যবহার করিয়া থাকি, পূর্ব্বতন জাতিদের মধ্যে দাসেরা তদপেক্ষাও নিকৃষ্টরূপে ব্যবহৃত হইত। ঐ সমস্ত জাতিরা কি স্বদেশীয়, কি বিদেশীয়, সকলকেই দাস করিতে পারিতেন, কিন্তু আমেরিকায় প্রচলিত দাসত্ব সে প্রকার নহে। এখানে স্বদেশীয় লোক কখন দাসত্বে বদ্ধ হয় না। অজ্ঞানান্ধ আফ্রিকা বাসিরা ইহাদের দাসত্ব কার্য্য করিয়া থাকে। ... নিয়মানুসারে আমেরিকানরা দাস ব্যবসায় করিতে পারেন না, অর্থাৎ উঁহারা স্বয়ং আফ্রিকা হইতে দাস আনয়ন করিতে পারেন না। কিন্তু লুকায়িত ভাবে আফ্রিকা ও অন্যান্য দেশ হইতে দাস আনয়ন করিয়া থাকেন। বৎসর বৎসর প্রায় ১৫ কি ১৬ হাজার দাস লুকায়িতভাবে ইউনাইটেড এষ্টেট্ মধ্যে আনীত হয় কিন্তু তাহাতেও আমেরিকা বাসীদিগের কর্ম্ম সম্পন্ন হইয়া উঠে না। সুতরাং যাহাতে দাসদিগের বংশ বৃদ্ধি হয়, তদ্বিষয়ে তাঁহারা অত্যন্ত যত্নবান থাকেন। ভার্জিনিয়া প্রভৃতি কয়েকটি প্রদেশের লোক নিয়তই দাসবংশ বৃদ্ধি করাইবার নিমিত্ত নিযুক্ত আছেন। ঐ মহাপুরুষদের দাসবংশ বৃদ্ধি করানই ব্যবসায়। তাঁহারা বলপূর্ব্বক স্ত্রী পুরুষের মিলন করিয়া দিয়া থাকেন এবং অল্পকাল মধ্যে যদি কোন দম্পতীর বংশ বৃদ্ধির সম্ভাবনা না দেখেন, তবে তাহাদিগকে পৃথক করিয়া নূতন স্ত্রী ও পুরুষের সহিত উহাদের মিলন করাইয়া দেন।

ইহার শেষ আগামী বারে হইবে

১৯ এ মে পর্য্যন্তের ইউরোপীয় সমাচার।

আমেরিকার দক্ষিণ বিভাগের লোকেরা নিউ অরলিন্স ও ইয়র্কটাউন পরিত্যাগ করিয়াছে, উহা এক্ষণে গবর্ণমেণ্টের হস্তগত হইয়াছে। বিদ্রোহীরা পলায়ন করিলে গবর্ণমেণ্টের সেনারা তাহাদিগের পশ্চাৎ ধাবমান হইয়াছিল। যুদ্ধ জাহাজ সকল রিচমণ্ডের ১৫ ক্রোশ দূরে রহিয়াছে। উভয় পক্ষে অনেক সেনা আছে এবং এক তুমুল যুদ্ধ হইবার বিলক্ষণ সম্ভাবনা। সেনাপতি বরগার্ড করিন্থ হইতে মেম্ফিসে প্রস্থান করিয়াছেন, তথায় ত্বরায় যুদ্ধ হইবে বোধ হইতেছে। মেকন দুর্গ গবর্ণমেণ্টের হস্তগত হইয়াছে। সেনাপতি লিঙ্কলন নিউ অরলিন্স সাবের নিউবরণ বফোর্ট ও কারনান্ডক অবরোধ মুক্ত করিবার প্রতিজ্ঞা করিয়াছেন। ফরাসীস দেশীয় কার্য্য কারক মৈয়র্ ট্রেনে যাত্রা করিয়াছেন।

বোম্বাই, মান্দ্রাজ ও বঙ্গদেশীয় চিকিৎস বিভাগ কর্ম্মচারিদিগের আবেদন পত্র কমন্স হাউসে অর্পিত হইয়াছে।

মেক্সিকো রাজপ্রতিনিধিদিগের সহিত সন্ধি হয় নাই। সেনাপতি প্রিম বিউবাক্সে প্রেরিত হইয়াছেন

ফরাসিসেরা শীঘ্র যুদ্ধ আরম্ভ করিবে এরূপ সম্ভাবনা ছিল। জোয়ারিজ গবর্ণমেণ্ট ইংরাজ ও স্পেনদেশীয়দিগের সহিত সন্ধি করিতে ইচ্ছা ও ফরাসিসদিগের প্রতিবন্ধকতা করিয়াছে।

বেলজিয়মের রাজার এক্ষণে আর বিপদাশঙ্কা নাই

প্রিন্স নেপোলিয়ান দেশভ্রমণে উপস্থিত হইয়াছেন। মনিটিয়র সম্পাদক কহেন তিনি কোন রাজকার্য্যের অনুরোধে তথায় যান নাই।

হোয়াইট সাহেব বর্ত্তমান চীন দেশের অবস্থার বিষয়ে এক বক্তৃতা করিবেন বিজ্ঞাপন করিয়াছেন।

হর্সগার্ড, কাপ্তেন রবর্টসনের বিষয় বিচার করিয়া সিদ্ধান্ত করিয়াছেন যে কর্ণেল বেমিস সাহেব আপন কর্ম্ম বিক্রয় কিম্বা অর্দ্ধেক বেতনে পরিত্যাগ করিতে পারিবেন।

সিসিলির লোকেরা অতিশয় আনন্দ প্রদর্শন পূর্ব্বক ইটালির রাজাকে সমাদরে গ্রহণ করিয়াছে।

নেপাল সন্নিহিত ইংরাজদিগের কার্য্যকারক মকে হডসন সাহেবের কারভিমাল আন্টোনির সহিত সাক্ষাৎ হইয়াছে।

তুরস্ক সেনারা হারজি গোভিনার যুদ্ধে জয়ী হইয়াছে। এতাদৃশ জনরব হইয়াছে দেশের অনুকূলে যে মন্ত্রণা হইয়াছিল সিটিয়ন বর্গে প্রকাশ হইয়া দিন বদল উপস্থিত হইয়াছে। সেনারা প্রকাশ গোলা নিক্ষেপ করিয়াছে।

২৬এ মে পর্য্যন্তের ইউরোপীয় সমাচার।

সেনাপতি মাকিলনের অধীনস্থ আমেরিকার গবর্ণমেণ্টের সেনারা উইলিয়মস্বর্গ অধিকার করিয়াছে। বিদ্রোহীরা নিকাষিত খাত পারে পলায়ন করিয়াছে। অনুমান হইয়াছিল তাহারা অগ্রসর হইয়া রিচমণ্ডের সম্মুখে থাকিবে। সেনাপতি ফ্রাঙ্কলিন উইলিয়মস্বর্গে মাকিলনের সহিত একত্রিত হইয়াছেন। বিদ্রোহীরা নরফোক নগর ত্যাগ করিয়াছে। ই[illegible] করিবার পূর্ব্বে তাহারা মেরিমাক জাহাজ ও ত[illegible]ডা অন্য অন্য তত ওবসুলোর জাহাজ নষ্ট করি[illegible]য়াছে। নিউঅর্লিন্স অবধি মেম্ফিস পর্য্য[illegible] মিসিসিপি নদী বিদ্রোহী শূন্য হইয়াছে। সেনাপতি বরোগার্ড করিন্থে আছেন।

ওয়াসিংটন নগরস্থিত প্রতিনিধি সভায় ইউনাইটেড্ষ্টেটসের সীমার মধ্যে ক্রীত দাস [illegible] দিবার প্রথা উঠাইবার এক বিল বিধি [illegible] হইয়াছে।

লণ্ডনস্থিত আমেরিকার দূত এমিলিয়[illegible] দিগার জাহাজ ফিরিয়া পাইবার প্রার্থনা ক[illegible]ন, কিন্তু তাহা অগ্রাহ্য হইয়াছে।

মেক্সিকোস্থিত ফরাসী সেনারা তত্রত্য রাজধানী লইবার জন্য অরিজাবানগর অধিকার করিয়াছে। স্পেনীয় গবর্ণমেণ্ট সেনাপতি প্রিমের কার্য্যের অনুমোদন করিয়াছেন। ফরাসী ম[illegible] সম্প্রদায় এই যুদ্ধ সম্পূর্ণ ন্যায়সিদ্ধ বলি[illegible]ছেন

হেলিকাণ্ডের ইংলণ্ডীয় অষ্ট্রিয়া ও প্রুসিয়ার গবর্ণমেণ্টের অনুরোধে স্বীয় রাজ্যে ১৮৩১ অব্দের শাসন প্রণালী পুনঃ স্থাপন করিতে সম্মত হইয়াছেন। ইংলণ্ডীয় রাণীর দূতের প্রতি অনাদর প্রদর্শন করাতে প্রুসিয়া ও রুশীয়ার গবর্ণমেণ্ট ক্যাসলের রাজধানী হইতে নিজ নিজ দূতগণকে প্রত্যাগমন করিতে আদেশ দিয়াছেন।

ভারতবর্ষীয় পতিত ভূমি বিক্রয় লইয়া হাউস অব কমন্সে অনেক তর্ক বিতর্ক হইয়াছে।

মান্দ্রাজের লোকেরা কর্ণাটের নবাবের পক্ষে যে আবেদন করিয়াছেন ২৭এ মে বেলি সাহেব হাউস অব কমন্সে তাহা অর্পণ করিবেন।

ভারতবর্ষ চীনদেশ ও কাপানের ব্যাঙ্কের স্থাপন পত্র প্রকাশিত হইয়াছে। মূলধন ... কোটি টাকা।

২৯এ মে পর্য্যন্তের ইউরোপীয় সমাচার।

ঐ ব্যাঙ্কের অংশ শতকরা তিন টাকা হইয়াছে।

... বিদ্রোহীরা অতি সুশৃঙ্খলারূপে ... দিগে পশ্চাদামন করিতেছে। মাকিলেনদিগের পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে গবর্ণমেণ্টের সেনারা করিন্থের নিকটে ... হইয়াছে। বরেগার্ড অদ্যাপিও উক্ত প্রাচীরপ্রতি করিতেছেন। বিদ্রোহীরা মেবি... নামক জাহাজ ও নদীর তক নষ্ট করিয়া ... করিয়াছে। জাকসন ও ফিলিপ ... বর্ণের অধীন সেনাগণের অধিকৃত হইয়াছে। বিদ্রোহীরা মেমিফস ও মিসিসিপি নদী ... সকল স্থানে তুলা নষ্ট করিয়াছে।

যে সকল জাহাজ আমেরিকার কনসলদিগের অনুমতি পত্র লইবে সে সমুদায় অর্লিয়ান্স ও ... নগরে বাণিজ্য করিতে পারিবে। ক্রীতদাস রাখিবার প্রথা উঠিয়া গিয়াছে। প্রতিনিধি সভা এই নিয়ম বিধি বদ্ধ করিয়াছেন। নিউঅর্লিয়ান্স নগরে কঠিন সামরিক আইন প্রচলিত হইয়াছে।

-০০-

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টনণ্ট গবর্ণরের আদেশানুযায়ী নিয়োগ।

হুগলীর ডেপুটি মাজিষ্ট্রেট জে, আর, ...সাহেব ফৌজদারি আইনের ৩৮ ধারানুসারে সেসিয়নে অথবা সুপ্রিম কোর্টে সমর্পণ করিবার মোকদ্দমার প্রথম বিচার করিবেন; এবং তৎসংক্রান্ত সমুদায় ক্ষমতা পাইবেন।

... পাটনার ... হাউসের সুপরিণ্টেণ্ডেণ্ট ডেবিসন সাহেব আপনার কর্ম্ম বাতিরিক্ত কটকের কালেক্টরের সহকারির কার্য্য করিবেন।

সব আসিষ্টাণ্ট সরজন বাবু উদয়চাঁদ দত্তের অনুপস্থিতি কাল পর্য্যন্ত অথবা যতদিন অন্য কোন আজ্ঞা না হয় সব আসিষ্টাণ্ট সরজন বাবু ...চন্দ্র চট্টোপাধ্যায় তমলুকের চিকিৎসার ভার পাইবেন।

সব আসিষ্টাণ্ট সরজন নন্দলাল ঘোষ পূর্ণিয়ার দাতব্যচিকিৎসালয়ের কর্ম্মভার পাইবেন।

নিম্ন লিখিত মুনসেফেরা ১৮৫৯ অব্দের ১০ আইনের ১৫০ ধারানুসারে ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইবেন ... মাটেরির বাবু গৌরপতি দেব ও সেরাজগঞ্জের বাবু শ্রীমোহন ঘটক। বারাসাত। বাবু অন্নদালাল চট্টোপাধ্যায় বি,এ, বি,এল, চিত্রকোনা ময়মনসিংহ বাবু উমেশচন্দ্র বসু বি,এল, উকড়া, বীরভূমি। বাবু বৈকুণ্ঠচন্দ্র দাস গোকুল বাকরগঞ্জ।

বাবু পূর্ণচন্দ্র রায় ১৮৬০ অব্দের ৩২ আইন অনুসারে ... আসেসর ও ডেপুটি কালেক্টর হইবেন। ১৯এ জুন তাঁহার পাবনা ও ময়মনসিংহে নিয়োগের যে আজ্ঞা হয় তাহা ইহা দ্বারা রহিত হইল।

৩রা জুন। কুমারখালির ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর এচ, এম, বিলি সাহেব ফরিদপুরে বদলী হইয়া তথায় মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হইবেন।

ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু পূর্ণচন্দ্র মুখোপাধ্যায় কুমারখালি বিভাগের ভার পাইবেন।

৫ই জুন— অনরেবল এ, ইডেন বঙ্গদেশীয় গবর্ণমেণ্টের প্রতিনিধি সেক্রেটারি হইবেন।

ডবলিউ, জে, হর্সেল সাহেব রেবেনিউবোর্ডের প্রতিনিধি জুনিয়র সেক্রেটারি হইবেন।

ই, গ্রে সাহেব নদীয়ার প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

হাবড়ার ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর ই, বি, ... সাহেব ফিরোজপুরে বদলী হইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

দিনাজপুরের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর জে, বি, প্রাট সাহেব হাবড়ায় বদলী হইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে প্রথমশ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

কাছাড়ের মুনসেফ বাবু রামগোবিন্দ ... মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

লেপ্টনণ্ট এম, লুই আসামের এক জন সহকারী কমিসনর হইবেন।

নিম্নলিখিত কর্ম্মচারিরা লেপ্টনণ্ট গবর্ণরের কৌন্সিলের ১৮৬২ অব্দের ৬ আইনের ... ধারানুসারে ১৮৫৯ অব্দের ১০ আইনের ... মোকদ্দমার নালিশ গ্রহণ করিতে পারিবেন।

নদীয়ার অতিরিক্ত কমিসনরের সহকারী এচ, বেভিরিজ সাহেব।

কুষ্টিয়ার ছোট আদালতের জজ এ, টেম্পল সাহেব, শান্তিপুরের ছোটআদালতের জজ বাবু দুর্গাপ্রসাদ ঘোষ।

কোটচাঁদপুরের ছোট আদালতের জজ বাবু ...নাথ রায়।

পূর্ণিয়ার অন্তর্গত বাণগড়ের মুনসেফ বাবু ... কবিরলাল।

পূর্ণিয়ার অন্তর্গত আড়রিয়ার মুনসেফ বাবু গোকুল চাঁদ।

পূর্ণিয়ার অন্তর্গত কৃষ্ণগঞ্জের মুনসেফ বাবু রামকৃষ্ণ চক্রবর্ত্তী কৃষ্ণগঞ্জের অতিরিক্ত মুনসেফ ... সাহেব

৫ই জুন। নিম্নলিখিত ভদ্রলোকের মুর্শিদাবাদের নাথারণ বিদ্যালয়ের কমিটির সভ্য হইবেন।

জি, ডবলিউ এম ডিকসন সাহেব অবলিউ ... কিসট পোস্টিন সাহেব।

৬ই জুন। চট্টগ্রামের প্রতিনিধি ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর এচ, ডবলিউ ... সাহেব নওয়াখালিতে বদলী হইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে প্রথম শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

প্রথম গণিত পুলিস সেনাদলের লেপ্টনণ্ট টি, ওয়েলডন উক্ত দলের প্রতিনিধি অধ্যক্ষ হইবেন।

প্রথম গণিত পুলিস সেনাদলের সহকারী লেপ্টনণ্ট হায়দর আলী উক্ত দলের প্রতিনিধি আজুটাণ্ট হইবেন।

জি, কে, নিয়ার্স সাহেব সাঁওতাল পরগনার এক জন সহকারী কমিসনর হইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

যত দিন মুনসয় সাহেব বিদায় লইয়া অনুপস্থিত থাকিবেন অথবা অন্য কোন আজ্ঞা না হয়, জি, এস, কেম্পান সাহেব আপনার ... ব্যতীত ছোটআদালতের প্রতিনিধি প্রথম ... হইবেন।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয়েষু।

অনবরত মন সদা, দুঃখ আছে আসে।
দিবা নিশি থাকে, অশ্রু জল পাশে॥

মহাশয়! আপনার সোমপ্রকাশ দুঃখোপহত জনের পরম আরাম স্থল হইয়াছে সন্দেহ নাই। সুতরাং অন্তর্দাহ না নিবারণ করিতে পারুক উন স্থান নাই হউন, তাহাকে মনোভাব উদ্ঘাটন করিয়া দিয়া যেমন লোকে হৃদয় ভার হইতে উন্মুক্ত হয়, সেইরূপ এ দেশীয় লোকেরা কোন শোচনীয় অবস্থায় নিপতিত হইলে যদিও সোমপ্রকাশ হইতে তাহার প্রতীকার না হউক তথাপি তন্মধ্যে কোন রূপে তদ্বিষয় প্রকাশ করিয়া আপনাদিগকে কৃত কৃতার্থ বোধ করিয়া থাকেন। কি সোমপ্রকাশ আমার মনঃপীড়া অপনয়ন করিতে সমর্থ হইবেন? এমন ত আশা করি না। তথাপি যে তাহা আপনার প্রতি গোচর করিবার অভিলাষ করিয়াছি তাহার কারণ কি। কেবল মনোভার লাঘব করা এক মাত্র উদ্দেশ্য জানিবেন। মহাশয়! যদি কোন উপায় বলিয়া দিতে পারেন অবশ্যই কৃতজ্ঞতার সহিত গ্রহণ করিব।

আমার বিপদের বিষয় শ্রবণ করিয়া সাধারণে আপাততঃ হাস্য করিয়া উঠিতে পারেন বটে, কিন্তু নিঃসন্দিগ্ধ চিত্তে বলিতে পারি দয়ার্দ্র প্রশস্ত আত্মা সকল কখনই আমার প্রতি করুণ না হইয়া থাকিতে পারিবেন না। লোক সকল আমার মহা বিপদ জানিবেন। হায়! কেনই বা ইংরাজেরা এ দেশে আগমন করিয়াছিলেন, কেনই বা তাঁহারা ইংরাজী বিদ্যালয় সংস্থাপন করিলেন, কেনই বা তাঁহারা এ দেশের শুভ সাধন সংকল্প করিয়া কুসংস্কার নাশক বিদ্যা শিক্ষা প্রদানে প্রবৃত্ত হইলেন। পিতঃ আমার প্রতি কি আপনার প্রগাঢ় স্নেহ ছিল না? কেমনে অর্থ লালসা আপনার স্নেহকে সহজে পরাস্ত করিল আপনিই জানেন। অর্থ লোলুপ হইয়া যদি আপনি আমাকে ইংরাজী বিদ্যালয়ে প্রেরণ না করিতেন তবে ত আমার দুর্দ্দশার সম্ভাবনা ছিল না। আমি যদি অজ্ঞ অধ্যাপকদিগের চতুষ্পাঠী মধ্যে প্রবেশ করিয়া অহরহঃ হিন্দু শাস্ত্রেতেই মস্তক ঘূর্ণন রুদ্ধ করিয়া রাখিতে পারিতাম, যদি তাহাদিগের ভিন্ন অন্যের আচার ব্যবহার অজ্ঞাত আমার দৃষ্টি পথে পতিত হইত, তাহা হইলে কি পৌত্তলিকতার প্রতি আমার অবিশ্বাস জন্মে, তাহা হইলে কি বিশুদ্ধ ধর্ম্মের আশ্রয় গ্রহণ জন্য আমি উন্মনা হইয়া বেড়াই, তাহা হইলে কি ব্রাহ্ম ধর্ম্ম আমার চিত্ত আকর্ষণে পটু হইতেন। পৌত্তলিকগণ! তোমরা আমার নিকটে কেন এমন করাল মূর্ত্তি ধারণ করিতেছ, তোমাদের ধর্ম্ম সার হীন না হইলে ত আমার মন তাহা পরিত্যাগ করিতে অভিলাষী হইত না। যে অতি দীন দরিদ্র, তাহার প্রতি তোমাদের এত নির্যাতন কেন? আমি সত্য ধর্ম্ম অবলম্বন করিয়াছি বলিয়া কি এত ভ্রুকুটি প্রদর্শন করিতে হয়, হে ব্রাহ্মধর্ম্ম! আমি মনে করিয়াছিলাম তোমার উপদেশ পালন করিয়া আপনাকে পরতন্ত্র অবস্থা হইতে বিমুক্ত করিব। কিন্তু লোক ভয় আমার মনে এমনি দৃঢ়তররূপে বদ্ধমূল হইয়াছে, যে আমি তোমার আশ্রয় গ্রহণ করিয়া স্বচ্ছন্দে মনোরথ পূর্ণ করিতে পারিতেছি না। তোমার প্রতি যখন এত ঔদাস্য করিতেছি, তখন আমার হৃদয় যে দুঃখে পীড়িত হইবেই স্থির আছে। হে মন! তুমি আপনার পদে আপনি কুঠার প্রহার করিয়া কেন বিপদগ্রস্ত হইতেছ। নিশ্চয় জানিও যতদিন তুমি সরল ভাবে সত্যের সহিত আপনাকে অনুবদ্ধ করিবে, ততদিন তোমার দুঃখ রাশি কেহই মোচন করিতে পারিবে না।

অনেকে বলিয়া থাকেন যে যাহারা হৃদয়ে সত্যকে রক্ষা করেন এবং সামাজিক নিয়ম প্রতিপালনে বিমুখ হন না, তাহারাই প্রকৃত চতুর। মহাশয়! বলিতে কি তাহাদিগের মত কৃপাপাত্র জীব অতি অল্পই আছে। তাহাদিগের মানস ভূমি নির্বৃত্তির প্রার্থনীয় বিলাস স্থান জানিবেন। যখন বিতাড়িত জ্ঞানের কঠোর অনুজ্ঞা সকল অবহেলন করিয়া কোন হিন্দু উৎসবে তাঁহারা প্রবৃত্ত হন, তখন অজাতীয় আশঙ্কাদি আসিয়া কি তাঁহাদিগের হৃদয়কে ক্ষত বিক্ষত করে না? ধনপিপাসু ব্রাহ্মণদিগের প্রতি কিছুতেই শ্রদ্ধার উদয় হইতেছে না, অথচ বাবুদিগের জয় হউক বাবুদিগের জয় হউক বলিয়া তাহারা প্রতি মুহূর্ত্ত আপনাদিগের চরণ ধূলি তাঁহাদিগের শিরোদেশে অর্পণ করিয়া আশীর্ব্বাদ করিতেছে দেখিয়া তাঁহারা কি দুঃখ প্রকাশে অসমর্থ মূকের ন্যায় অন্তরে অন্তরে জর্জ্জরিত হবে না? কতকগুলি আলস্য পরায়ণ, ধর্ম্মজ্ঞানবিহীন, স্বার্থলোভের জঠরানল নির্ব্বাণ করিবার জন্য আপনাদিগকে বিপুল অর্থ ব্যয়ে বাধ্য দেখিয়া কি তাঁহারা মনে মনে দুঃখ করেন না? মহাশয় যদি হৃদয় বিদারণ করতঃ তন্মধ্য সমূহ অন্যের গোচর না হইত, তাহা হইলে তাঁহাদিগের কিরূপ এই অবকাশে আপনাকে দেখ আমি ত্রুটি করিতাম না। আমরা য হই, তবে সমূহ মধ্যে কাহারা নির্ব্বো অচতুর বলিয়া দিবার আবশ্যক করে সাদিগের কি দুর্দ্দশা। ব্রাহ্ম সমাজে হিতৈষী সাধুগণসমীপে গিয়াও শ করিতে পারি না। যখন পবিত্র সভা সরল হৃদয় সাধুগণ পরিবেষ্টিত হইয়া আমাকে পরমেশ্বরে সমাধান কর হই, তখন সময় পাইয়া আত্মা চিত্তের একপ বিকৃতি জন্মাইয়া, যে সভার কল্লোলে আপনাকে এক কি দিতে হয়। আনন্দ লাভ করা কি ক্রন্দন করিতে ইচ্ছা হইলেও এক বিন্দু জলধারা নির্গত হয় না। কপোলদেশ দিয়া প্রেমাশ্রু নি হে, কেবল উন্মত্তপ্রায় হইয়া উদ নির্বিবেচিত হইয়াছেন, ইহা দিবা কেবল আপনাকে ধিক্কার দিতে থ সাধুগণ সন্নিধানে থাকি, তখন আ তাঁহাদিগের কৃপাদৃষ্টি নিপতিত দেখি বেগ সম্বরণ করিতে অক্ষম হইয়া মগ্ন হইয়া পড়ি। আপনার দীনতা করিয়া ব্যাকুলিত হই। তাঁহারা সৌভাগ্য তাঁহারা অধীনতা অতিক্রম করিয়াছেন; কর্ত্তব্য জ্ঞানের পালন পূর্ব্বক ক্রমাগত আত্মপ্রসাদ লাভ করিতেছেন, দেশের কুরীতি ও কুসংস্কার দূর করিতে যত্নশীল হইতেছেন; দেশের স্নেহের ও যত্নের সামগ্রী হইয়াছেন, এবং কে আপনাদিগের সহায় পাইয়াছেন।

মহাশয়! এই রূপ না, পৌত্তলিক সঙ্গে থাকিয়া সুখ উপলব্ধি করিতে পা ব্রাহ্মগণের সঙ্গ দ্বারা শান্তিলাভে সমর্থ সন্ধি স্থলে পড়িয়া প্রাণ হারাইবার উ হইয়াছে। শীত গ্রীষ্মের সন্ধি স্থল বসন্ত কি পরম রমণীয় ভাব ধারণ করে। দিবা নীর সন্ধি স্থল প্রত্যুষ ও প্রদোষ কাল কেমন চিত্তাহ্লাদন করিয়া থাকে। কিন্তু সন্ধি স্থলে অবস্থিতি করিয়া আমরা কি হইলাম। হে স্বদেশীয় ভ্রাতৃগণ! আপনারা সমুদায় লোকের ভাব বিলোকন করিয়া আমার প্রতি দৃষ্টি করুন। আপনা

কারে বলিতেছি কোন মতেই আপনাদিগের ন্যায় মধ্যবর্ত্তী হইয়া থাকিতে হইবেন না। আপনারা লোককে ছিন্ন ভিন্ন করিয়া ফেলুন, পৌর ক্রমাগত উৎপীড়ন করিয়া এদেশ দূর করিয়া দিউন। আপনাদিগের ন হৃষ্ট বনিতা সকলেরই হৃদয়ে সন্তাপ উত্ত করিতে চেষ্টা পাউন, এবং অনর্থ নিষ্পাদন দ্বারা আত্মপ্রসাদকে করুন।— মন তোমার কি এপ্রকার হিংসাত্মা কার্য্য করিতে নিষেধ আছে?

কদাচিৎ দুঃখ ভারাক্রান্ত।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

পরিতাপ! কি আশ্চর্য্য! সম্পাদক মহাশয় অবগত আছেন যে ত্রিবেণী কিয়ৎকালাবধি মহামারি পীড়া হইয়াছে, অনেকে দরিদ্রতা নিবন্ধন ও পথ্যাভাবে মৃত্যু মুখে নিপতিত হইয়াছে, যাহারা জীবিত আছেন তাঁহাদিগেরও কতাবধি নিষ্ঠুর পীড়ার হস্ত হইতে মুক্ত হইতে পারেন নাই। অদ্য এক দিবস হইল ত্রিবেণীর নিকটবর্ত্তী শঙ্করপুর ও বাশবেড়ে গ্রামে বারোয়ারি পূজার মহাসমারোহ হইতেছে দেখিয়া বিস্ময়াপন্ন হইলাম। সম্প্রতি যাত্রা প্রভৃতি আমোদের উপায় সকল হইয়াছে, কোন দিগে মহোৎসব প্রকাশ হইতেছে কোন দিগে স্ত্রীলোকদিগের নৃত্য গীত ও কুৎসিত কথাদি শ্রবণ জন্য, উপবেশনোপযোগী স্থান প্রস্তুত হইতেছে, যাহারা দুর্ভাগ্যবশতঃ অদ্যাপিও জ্বরের দুর্ব্বিপাক হস্ত হইতে পরিত্রাণ পায় নাই, কোন কোন মহাত্মারা এরূপ লোকের নিকট হইতে উৎপীড়ন করিয়া অর্থ সংগ্রহ করিতেছেন, যদি কেহ উৎপীড়িত হইয়াও ঐ প্রমুক্ত অর্থদানে অসক্ত হইল, তাহার নাম শুন পুরুষ বলপূর্ব্বক তাহার ঘটী বাটী গ্রহণ করিতেছেন। মহাশয়! ধর্ম্মের সীমা কি! কি! আক্ষেপের বিষয়! ইহাতে অন্য কি ভবদীয় বসুন্ধরা উন্নতিকে প্রাপ্ত হইবে দিন দিন যাহার পুত্রেরা দুষ্কর কার্য্য দ্বারা, কে এ দৈহিক দুঃখ ভাগিনী করিতেছে। হায়! বাঙ্গালার অধ্যক্ষ মহাশয়েরা! আপনাদের কি দুই এক জন অন্তর দয় আইসে না? কেন অনেকে দিন পাঁচ দিন অন্তরও হইয়া থাকে এবং

...৩০এ আষাঢ়, সোমপ্রকাশে প্রকাশিত হইয়াছে আমাদের প্রকাশ দূর হইবে আপনার কি ... যা এই সাংসারিক ও পরমার্থের উপকার ... অপরিপূর্ণ উৎসাহিত হইয়াছেন ... কি সর্ব্বসাধারণের আমোদ বৃদ্ধি হইয়া ... এই বাসিন্দের আমোদ বাড়িতেছে, হায়! এ দেশের রোগ শান্তির জন্য কলিকাতার তুল্য সমাজ, সাধারণ অপ্রস্তুত রহিয়াছেন, সেই দেশ বাসি কিন্তু, এইরূপ বৃথা ব্যয়ে নিযুক্ত হইতেছেন হায় এ কি মহত্ত্বর মহত্ত্ব! জাতির ন্যায় কার্য্য হইতেছে? কি পরিতাপ!

৩রা আষাঢ় ১৭৮৪ শক। কদাচিৎ দর্শকস্য।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

সম্পাদক মহাশয়! বঙ্গদেশের শ্রীল শ্রীযুক্ত নবাব নাজিম বাহাদুর লখনৌ নিবাসি যে চিকিৎসককে নিয়োজিত করিয়াছিলেন, তিনি এবং তাহার পরে কৃত্রিম টাকা করিয়াছেন বলিয়া, অত্রত্য মাজিষ্ট্রেট গত শনিবারে দিবা তৃতীয় প্রহরের সময় তাঁহাদিগকে ধৃত করিয়া কাছারিতে লইয়া গিয়াছিলেন। তাহারপর নেজামতের পক্ষের নায়েব দেওয়ান ও খাজাঞ্চী বাবু রামসুন্দর সেন তাঁহার জামিন হইয়া পিতা ও পুত্র উভয়কে আনিয়াছেন। এতদ্ভিন্ন টাকা কৃত্রিম করিবার যন্ত্র, অস্ত্র শস্ত্র প্রভৃতি যে যে বাক্তির বাটী হইতে বাহির হইয়াছে, তাহাদিগকে হাজত দেওয়া হইয়াছে, মহাশয়: এটী বড় কম ঘটনা নয়। বোধ করি মাজিষ্ট্রেট সাহেব অল্পে ছাড়িবেন না, অদ্য এই পর্য্যন্ত রহিল।

বহরমপুর

১২ জুন ১৮৬২

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয়েষু।

সম্পাদক মহাশয়! গত ১৮ই জ্যৈষ্ঠ এই কলিকাতার কলুটোলা নিবাসী একটী ভদ্রলোক বেলাতে মদিরা পানে উন্মত্ত হইয়া উপপত্নীর সহিত ছাদের উপর নৃত্য করিতে ছিলেন, নৃত্য করিতে করিতে তাহার উপপত্নী তাহাকে উপহাস করিয়া বলিল তুমি আমাকে কেমন ভালবাস যদি তুমি যদি এই ছাদ হইতে লম্ফদিয়া নীচে পড়িতে পার তবে আমি তোমার চিরকালের দাসী হইয়া থাকি। বাবুজি একে মদে মত্ত আনন্দের পরিসীমা নাই, তাঁহাতে আবার উপপত্নীর সহাস্য আদেশ সুতরাং এখন তিনি কি স্থির থাকিতে পারেন, বাবুজি তৎক্ষণাৎ ছাদ হইতে লম্ফদিয়া নীচে পড়িলেন, বাবুজির পঞ্জরাস্থি প্রায় ভগ্ন হইয়াছে, হস্ত পদ দিতে ক্ষত, এবং অদ্যাপি চোট লাগিয়াছে, জীবন সংশয়। চিকিৎসার্থে হস্পিটালে আনীত হইয়াছে। যেমনকর্ম্ম তেমনি ফল।

২য়।— গত ২৪এ জ্যৈষ্ঠ বেলা প্রায় ৫টার সময় কলিকাতার ডাক্তার গলির সেনের নিকট কৈলাসমোহন দত্ত নামক এক ব্যক্তির পাঁচজন বর্ষীয়া স্ত্রী উদ্বন্ধনে প্রাণত্যাগ করিয়াছে, আমরা তত্ত্বকরিয়া তাহার কারণ জানিলাম কৈলাসমোহন দত্তের অতিশয় মদ্যপায়ী, পতিপ্রাণা স্ত্রী তাহাকে ঐ পাপাচরণ হইতে বিরত হইবার নিমিত্ত অনুরোধ করে। পাপিষ্ঠ তাহা না শুনিয়া স্বাধীনা স্ত্রীকে অত্যন্ত ভর্ৎসনা করে, তাহাতে পতিপ্রাণা স্ত্রী দুঃখ সহিতে আর কিছু উপায় করিতে না পারিয়া উদ্বন্ধন দ্বারা সকল দুঃখের শেষ করিয়াছে।

৩য়। কদাচিৎ শুভ মাত সাহেব পীড়িত হইয়া এইক্ষণে কলিকাতার শিয়র হস্পিটালে আনীত হইয়াছেন। ইহাঁর আমরা একবার দেখিলে ... সাহেব বলিয়া কখনই বোধ হয় না।

কদাচিৎ

৩০এ জ্যৈষ্ঠ

মেডিকেল কালেজ ছাত্রস্য।

১২৬৯।

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র চৌধুরী বর্দ্ধমান

১২৬৯ আষাঢ় অবধি অগ্রহায়ণ পর্য্যন্ত কোং ।

„ ঠাকুরদাস সেন কলিকাতা,

১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত কোং ৬

„ দুর্গাচরণ নন্দী কলিকাতা,

১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত কোং ৫

„ গদাধর রায় গাজীপুর

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫

„ দেবেন্দ্রনাথ ঠাকুর কলিকাতা,

১২৬৯ আষাঢ় অবধি ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত কোং ১০

„ ভরতচন্দ্র ঘোষাল কড়েগাছ

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫

„ যদুনাথ মজুমদার কলিকাতা

১২৬৯ আষাঢ় অবধি অগ্রহায়ণ পর্য্যন্ত কোং ৫

„ নবদ্বীপচন্দ্র গোস্বামী কলিকাতা

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫,

„ মহেশচন্দ্র বসু কলিকাতা

১২৬৯ আষাঢ় অবধি অগ্রহায়ণ পর্য্যন্ত কোং ৫,

এই পত্র কলিকাতার দক্ষিণ পূর্ব্ব মাতলা রেলওয়ের সোনারপুর স্টেসনের দক্ষিণ চাংড়িপোতা গ্রামে শ্রীযুক্ত দ্বারকানাথ বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার প্রাতে প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

" সবর্ণর্না মরুলিম্বিলাথ পার্থিবঃ সংজ্ঞেরী সুনিলহলী ন বাধতা"

৪ ভাগ।
৩৩ সংখ্যা।

সন ১২৬৯ । ১৭ আষাঢ় । ইং ১৮৬২ । ৩০ জুন

মাসিক মূল্য ১ টাকা।
বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সম্পাদককৃত বিজ্ঞাপন।

কলিকাতা ভবানীপুর প্রভৃতির গ্রাহকগণকে জানান যাইতেছে যদুনাথ চক্রবর্ত্তী নামে যে ব্রাহ্মণ এত দিন আমাদিগের সরকার ছিলেন আমরা তাঁহাকে পরিত্যাগ করিয়াছি। অতঃপর আর কেহ তাঁহার নিকটে সোমপ্রকাশের মূল্য না দেন।

বিজ্ঞাপন।

আমরা [illegible] কড়িবেকেট্ [illegible] নামক পুস্তকের [illegible] ([illegible] প্রস্তুত) [illegible] মুদ্রিত করিয়াছি মূল্য [illegible] আনা। যাহার প্রয়োজন হয়, তিনি আমার নিকট অথবা কলিকাতা প্রেসিডেন্সি [illegible] মূল্য পাঠাইলে পাইবেন।

সংস্কৃত কালেজ।
[illegible] আষাঢ় সন ১২৬৯।

শ্রীব্রজেন্দ্রনাথ দে

বিজ্ঞাপন।

নিউ ইণ্ডিয়ান লাইব্রেরি। [illegible] ষ্ট্রীট [illegible] প্রেসিডেন্সি কালেজের বাঙ্গলার অধ্যাপক শ্রীযুক্ত বাবু কৃষ্ণকমল ভট্টাচার্য্য মহাশয় তাঁহার ও তাঁহার জ্যেষ্ঠ ভ্রাতা রামকমল ভট্টাচার্য্য মহাশয়ের রচিত যে সকল গ্রন্থ প্রকাশিত হইয়াছে এবং ভবিষ্যতে যাহা প্রকাশিত হইবে সে সকলের মুদ্রাঙ্কন ও বিক্রয়ের সম্পূর্ণ ভার আমাদিগের উপর অর্পণ করিয়াছেন। অতএব উক্ত গ্রন্থ সকল প্রয়োজন হইলে আমাদিগের পুস্তকালয়ে পাইবেন। নিম্ন লিখিত গ্রন্থ সকল বিক্রয়ার্থ প্রস্তুত আছে।

বেকনের সন্দর্ভ (৺ রামকমল ভট্টাচার্য্য কৃত) [illegible] ।/০

ইংলণ্ডের ইতিহাস (ঐ কৃত) ..

দুরাকাঙ্ক্ষের বৃথাভ্রমণ (কৃষ্ণকমল ভট্টাচার্য্য কৃত) .. . .

[illegible] দ্বিতীয় [illegible]

[illegible]

বিজ্ঞাপন।

বিধবাবিনোদ নাটক।

শ্রীযুক্ত যদুনাথ মিত্র প্রণীত উক্ত নাটক সংস্কৃত যন্ত্রে মুদ্রিত হইয়া বিক্রয়ার্থ প্রস্তুত আছে। গ্রাহকগণ নিম্ন লিখিত ঠিকানায় তত্ত্ব করিলে পাইতে পারিবেন, মূল্য ১০/০ আনা মাত্র।

কলিকাতা ঠনঠনিয়া, ১২৮ নং ভবনে সংস্কৃত পুস্তকালয়ে পটলডাঙ্গা ৮৬ নং ভবনে গুপ্তপ্রেসের [illegible] পুস্তকালয়ে লাল বাজার [illegible] কোম্পানির লাইব্রেরি।

বর্দ্ধমান রাধানগর ব্রাহ্মসভার উপাচার্য্য শ্রীযুক্ত দুর্গানন্দ কবিরত্ন মহাশয়ের নিকট

সোমপ্রকাশ।

১৭ই আষাঢ় সোমবার।

হাইকোর্ট।

এত দিনের পর হাই কোর্ট (উচ্চতর বিচারালয়) স্থাপনের সনন্দ আসিয়াছে। ইংলণ্ডেশ্বরী এই সনন্দ পত্র ষ্টেট সেক্রেটারি দ্বারা প্রেরণ করিয়াছেন। ১লা জুলাই অবধি ইহার কার্য্য আরম্ভ হইবার সম্ভাবনা আছে। সুপ্রিম কোর্টের বর্ত্তমান বিচারপতিগণ, সদর আদালতের জজেরা, দুই জন বারিষ্টর [illegible] ও দুই জন [illegible] সদর সাহেব বিচারপতি পদে মনোনীত হইয়াছেন। বাবু রমাপ্রসাদ রায় আরোগ্য লাভ করিলে এতদ্দেশীয় বিচারপতির পদ গ্রহণ করিবেন। শতাধিক বৎসর হইল, এ দেশে ইংরাজদিগের রাজত্ব হইয়াছে, এ পর্য্যন্ত অনেক বিষয়েই [illegible] যতঃ বেতনের বিষয়ে ইউরোপীয় ও এতদ্দেশীয় বলিয়া ভেদ করা হইতেছে। ফলতঃ উভয়ে তুল্য পদস্থ, তুল্য ক্ষমতাশালী, তুল্য জ্ঞানশীল হইলেও এতদ্দেশীয়দিগের বেতনগত বহু বৈলক্ষণ্য হইয়া আসিয়াছে। কিন্তু সম্প্রতি ইংলণ্ডেশ্বরী আমোদিগকে [illegible] পক্ষপাতমূলক এই অমর্য্যাদাকারিণী [illegible] উল্লিখিত প্রধানতম আদালত হইতে [illegible] রিত করিয়াছেন। সত্য [illegible] কাল পক্ষপাতদূষিত ব্যবহার করিয়া সভ্য সমাজে নিন্দিত ও উপহসিত হইতে পারেন। আমরা উপরে যে [illegible] বিষয় উল্লেখ করিলাম, তাহা কেবল এ দেশে উচ্চতম আদালত স্থাপনের সনন্দ নয়, আমরা ইহাকে এই অবধি এ দেশে ইংরাজ জাতির অগৌরবকর পক্ষপাত ব্যবহারের উন্মূলনকারী সনন্দ বলিয়া গণ্য করিব। এই আদালত সংস্থাপিত হইল, এক্ষণে এ দেশে বিচার ও আইন প্রকৃতিগত যে সমস্ত পক্ষপাত দোষ আছে, তাহা ক্রমে উন্মূলিত হইবে সন্দেহ নাই। যাহা হউক, প্রকৃত বিষয়ে বক্তব্য ইউরোপীয় ও এতদ্দেশীয় উভয়বিধ

রপতিই তুল্য বেতন পা[illegible] তাঁহা[illegible]র প্রত্যেকে বৎসর বৎ[illegible],০০ করিয়া পাইবেন। আপাততঃ এই নিয়ম হইবে, এক্ষণে যাঁহারা সু[প্রিম] কোর্টের বিচারপতি পদে আছেন, তাঁহারা যে বেতন পাইতেছেন, তাহাই পাইবেন। কিন্তু তাঁহাদিগের উত্তরাধিকারীদিগকে এই নূতন নিয়মের পরাধীন হইতে হইবে। পূর্বে নিয়ম ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদিগকে নাইট (সর) উপাধি দেওয়া হইত, অতঃপর তাহা রহিত হইবে। এই উপাধি দেওয়া না দেওয়া রাজেশ্বরীর ইচ্ছা।

সর চার্লস উড আর এক বিষয়ে বিলক্ষণ দূরদর্শিতা প্রদর্শন করিয়াছেন। আমরা ভাবিয়াছিলাম প্রধানতম বিচারালয়ে ব্যারিষ্টর ব্যতিরিক্ত অন্য কেহ ওকালতী করিতে পারিবেন না। কিন্তু আমাদিগের সে সংস্কার দূর হইয়াছে। সদর আদালতের বর্ত্তমান উকীলেরা ও সুপ্রিম কোর্টের এটর্ণিরেরা উভয়েই এই বিচারালয়ে ওকালতী করিতে পারিবেন। আর, যাঁহারা প্রেসিডেন্সি কালেজে বি, এল উপাধি প্রাপ্ত হইবেন তাঁহারা এবং উক্ত বিচারালয়ের যে সকল আটর্ণী প্রতিনিধিত্ব (মোক্তারের কর্ম জোগাড় করিয়া দেওয়া) পরিত্যাগ করিবেন, তাঁহারাও ওকালতী করিতে পারিবেন।

[illegible]প্রস্তাবিত প্রধানতম বিচারালয় যে রীতিতে সংস্থাপিত হইতেছে, তাহাতে কাহারও অসন্তোষ জন্মিবার সম্ভাবনা দেখা যাইতেছে না। সকল শ্রেণির লোকই [illegible] প্রতিনিবেশিত হইয়াছেন। সর বার্নেস পিকক, সর চারলস জাকসন ও সর মর্ডাণ্ট ওয়েলস ও দুই জন ব্যারিষ্টর রাজপুরুষেরা ইউরোপীয়দিগের প্রতিনিধি স্বরূপ আছেন। কেম্প, ট্রিবর প্রভৃতি সিবিল সার্বিস হইতে আসিতেছেন, [illegible] বাবু আমাদিগের প্রতিনিধি হইতেছেন। ইহাঁদিগের কেহই অনুপযুক্ত নহেন।

বিচারপতিরা মধ্যে মধ্যে মফঃসলে যাইবেন। পূর্বে ইউরোপীয় অপরাধিদিগের মফঃসলে বিচার হইত না। তাহাদিগকে নানা স্থান হইতে কলিকাতায় আনা হইত। তাহাতে গবর্ণমেণ্টের বিস্তর ব্যয় হইত, এবং সাক্ষিদিগকে নানাস্থান হইতে সাক্ষ্য দিতে আসিতে হইত, তাহাদিগের ক্ষতি ও কষ্টের পরিসীমা ছিল না। এক্ষণে এক এক জন বিচারপতি স্থানে স্থানে গিয়া ইংলণ্ডীয় আসামীদিগের ও রকর্ত্তাদিগের ন্যায় ইউরোপীয়দিগের বিচার করিবেন। এতন্নিবন্ধন কেবল যে গবর্ণমেণ্টের ব্যয় সংক্ষেপ হইবে এরূপ নহে, দূরস্থ পল্লীগ্রামস্থ লোকদিগের সুপ্রিম কোর্টে আসিয়া সাক্ষ্য দিবার বন্দোবস্ত থাকাতে মধ্যে মধ্যে যে অবিচার হইত, তাহার নিবারণ হইবে। এক্ষণে বিচারপতিদিগের যথাবিধি নিজ নিজ কর্ত্তব্য সম্পাদনই আমাদিগের প্রতীক্ষণীয় হইয়াছে। অপর, মফঃসলের বিচারালয় সকল বহু দোষে দূষিত দৃষ্ট হইতেছে। ঐ গুলির উৎকর্ষ সাধন করা যেন তাঁহাদিগের একটী প্রধান কর্ত্তব্য কর্ম হয়। বিচারালয়ের উৎকর্ষ সাধিত হইলে ইউরোপীয় ও এ দেশীয় বলিয়া স্বতন্ত্র স্বতন্ত্র আইন করিবার আর প্রয়োজন হইবে না। যত দিন এইরূপ না হইবে, তত দিন গবর্ণমেণ্ট আমাদিগের যত হিতকর চেষ্টা করুন, কৃতকার্য্য হইতে পারিবেন না।

অত্রত্য কারাগৃহ ও বন্দীগণ।

আমরা নীলপ্রধান প্রদেশের কৃষক ও চাকোম্পানির মজুরগণের প্রতি অত্যাচার প্রভৃতি বিষয় লইয়াই ব্যস্ত আছি। বহু কাল অন্য অন্য শ্রেণির কষ্টের বিষয় আমরা বিস্মৃত হইয়া যাই। আমাদিগের সমাজগত দোষ আমাদিগের সম্মুখে বিকটরূপে মুখ বিকার করিতেছে, কিন্তু সে দিকেও আমাদিগের যথোচিত মনোনিবেশ হইতেছে না। আইন ও রাজস্ব প্রভৃতি বিষয় আমাদিগের প্রধানতম আন্দোলনের বিষয় হইয়াছে। এতদ্দেশীয় এক শ্রেণির কষ্টের বিষয়ে আমরা নিতান্ত উপেক্ষা করিয়াছি। এই শ্রেণি হতভাগ্য ও দুরাচার বলিয়া অনেকে ইহাদিগের বিষয় একবারও চিন্তা করেন না। এই কারণে ইহারা নিতান্ত উপেক্ষিত হইয়া যার পর নাই কষ্ট পাইতেছে এবং ইহাদিগের চরিত্র সংশোধনেরও কোন উপায় হইতেছে না। পাঠকগণ! আমরা এ প্রস্তাবে বন্দীগণের বিষয় উল্লেখ করিতেছি।

এক জন বিখ্যাত জগৎ হিতৈষী কহিয়াছেন, দণ্ড পাপনিবারণের উৎকৃষ্ট নিয়ম নহে, মনোবৃত্তির কর্ষণ করিয়া ধর্ম নীতির শিক্ষা না দিলে পাপপ্রবৃত্তি কিছুতেই দূরীভূত হয় না। অন্যায় রূপে অপরিসীম যন্ত্রণা ও গুরুতর দণ্ড দান করিলে দোষী ব্যক্তি পাপকার্য্যে অধিকতর দৃঢ়প্রতিজ্ঞ হইয়া উঠে। সে দণ্ডকে দৈব নির্য্যাতন জ্ঞান করে, বিচারপতি তাহার নিকটে শত্রু বলিয়া প্রতীয়মান হন এবং সে রাজাকে দস্যু ও কারাগারকে কসাইয়ের দোকান বোধ করে। তাহার শ্রেয়ঃসাধন করা যে আইন, গবর্ণমেণ্ট ও বিচারপতির উদ্দেশ্য, সে তাহা বুঝে না। সে কি কারণে বুঝে না, অনুসন্ধান করিলে কি তাহার কারণ [illegible] প্রণালী দোষই তাহার কারণ! যত দিন এ প্রণালী দোষ সংশোধিত না হইবে, তত দিন [illegible] দোষিগণের স্থান [illegible] হইয়া [illegible] পাপক্রিয়ায় দৃঢ়প্রতিজ্ঞ করিয়া [illegible] থাকিবে। ইংলণ্ড ও আমেরিকা প্রভৃতি দেশে কয়েদিদিগকে বল খাটাইয়া লওয়া হয় না, তথায় তাহাদিগের মনোবৃত্তির উন্নতি সাধনের প্রতি দৃষ্টি রাখা হইয়া থাকে। এখানে সে বিষয়ে কিছু করা হয় না। কেবল বন্দীগণকে খ[illegible]

ইয়া লওয়া হয়। যে অধিক খাটিতে না পারে তাহাকে আমেরিকার ক্রীতদাস অথবা চা কোম্পানির মজুরদিগের ন্যায় নিদারুণ প্রহার যন্ত্রণা ভোগ করিতে হয়। ইহাতেই কষ্টের শেষ হইল না, ইহার উপরে আবার আহারের কষ্ট। পাঠকগণ শুনিয়া বিস্ময়াপন্ন হইবেন, তাহারা প্রত্যহ তিন পয়সা খোরাকী পাইয়া থাকে। একে এই দুর্মূল্যের সময়, ইহারও সমুদায় তাহাদিগের ভোগ্যাত হয় না। যে ব্যক্তি রন্ধন করে, সে কিছু লয়, চাপরাসী ও দারোগারাও অনেক স্থলে পূজা পাইয়া থাকেন। আমরা স্পষ্টাক্ষরে কহিতে পারি যে সকল কয়েদী গৃহ হইতে টাকা আনাইতে না পারে, তাহাদিগের এক বেলা অর্দ্ধ ভোজন মাত্র হয়। তাহাদিগের বস্ত্র, শয্যা প্রভৃতির ত কথাই নাই। তদ্ভিন্ন, নির্বাত প্রায় এক গৃহমধ্যে বহুসংখ্য লোকের অবস্থান তাহাদিগের এত কষ্ট, তাহাদিগের কি বুদ্ধি দোষ বৃদ্ধি হইয়া পাপক্রিয়া প্রবৃত্তি অধিকতর বলবতী হইবার সম্ভাবনা নয়? দুষ্কর্মাই হউক আর দুরাচারই হউক তাহাকে অনাহারে রাখিয়া দণ্ড করা কোন ক্রমেই যুক্তি সিদ্ধ হয় না।

এবিষয়ে গবর্ণমেণ্টের মনোযোগী হওয়া অবশ্য কর্ত্তব্য। এদেশে যে প্রণালীতে কারাগৃহের কার্য্য নির্ব্বাহ হইয়া থাকে তাহা, অতি জঘন্য ও লজ্জাকর। যে গুণ রাজ, কয়েদিদিগকে নানা প্রকার শিল্প কার্য্য শিখাইবার প্রণালী উদ্ভাবন করেন তাঁহাকে ধন্যবাদ। আমাদিগের গবর্ণমেণ্ট কয়েদিদিগকে শিল্পাদি শিক্ষা দিবার উপায় অবলম্বন করিয়াছেন বটে কিন্তু কার্য্য দ্বারা স্পষ্ট বোধ হয় কয়েদিদিগকে খাটাইয়া লওয়া যেরূপ উদ্দেশ্য শিক্ষা দেওয়া সেরূপ নহে। যাহা হউক আমরা নিম্ন লিখিত কয়েকটি প্রস্তাব করিতেছি, তদনুসরণ কর্ত্তব্য।

১। সকল কয়েদিকে এক স্থানে রাখা না হয়। ইহা দ্বারা দুটী অনিষ্ট ঘটিতেছে এক, ভদ্র অভদ্র, ধার্ম্মিক অধার্ম্মিক, তস্কর ও দস্যু একত্র থাকাতে পরস্পর সংসর্গে পরস্পরের স্বভাব দূষিত হইয়া যাইতেছে। দ্বিতীয়, বলবান দুর্ব্বল, দীর্ঘ ও কুৎসিত রোগ গ্রস্ত ব্যক্তিদিগের পরস্পর সংসর্গে অনেকের চিরকালের মত স্বাস্থ্য ব্যাহত হইয়া যাইতেছে। অতএব ইহার সদুপায় করা আবশ্যক।

২। যাহাতে কয়েদিদিগের চরিত্র দোষ সংশোধিত হয়। তদ্বিষয়ে দৃষ্টি রাখা উচিত। তাহা না করিলে সহস্র দণ্ডবিধানের আইন পাপ নিবারণ করিতে সমর্থ হইবে না। পাপীরা কিঞ্চিৎ সতর্কতা ও অধিকতর ধূর্ত্ততা শিখিবে এই মাত্র।

৩। যাহার যে ব্যবসায় তাহাকে তাহাতে নিযুক্ত করা কর্ত্তব্য। আমরা অনেক স্থলে দেখিয়াছি এক জন কৃতবিদ্য ভদ্রলোককে ঘানি কাটা খনন করান হইতেছে। ইহা অতিশয় অন্যায় ও অনিষ্টকর।

৪। কয়েদিদিগকে পর্য্যাপ্ত খাদ্য মধ্যবিধ বস্ত্র ও শয্যা দেওয়া কর্ত্তব্য। তাহাদিগকে নগদ পয়সা না দিয়া চাউল ডাউল প্রভৃতি দেওয়া উচিত।

৫। এক্ষণে যথার্থ ভদ্র ও কৃতবিদ্য লোকেরা দারোগা প্রভৃতি পদ লইতে চাহেন না। তাঁহারা যাহাতে এই কর্ম স্বীকার করেন তদ্বিষয়ে উৎসাহ দেওয়া কর্ত্তব্য। পর্য্যাপ্ত বেতন ও ভাবি উন্নত পদের আশা দিলে অনেকেই আহ্লাদ পূর্ব্বক এই সকল পদ গ্রহণ করিবেন।

৬। উপযুক্ত দেখিয়া কয়েক জন সহকারী জেল ইনস্পেক্টর নিযুক্ত করা কর্ত্তব্য। ইহাঁরা কয়েদিদিগের তত্ত্বাবধান করিবেন।

এই গুলি করা নিতান্ত আবশ্যক। ইহা সাধ্য সন্দেহ নাই; কিন্তু লোকদিগের চরিত্র সংশোধন ও পুরস্কার সমস্ত লইয়া যখন কথা হইতেছে তখন ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের এই কার্য্যে কুণ্ঠিত হওয়া বিধেয় নহে।

নীল প্রধান প্রদেশের কর
লইয়া বিবাদ।

নীল প্রধান প্রদেশের গোলযোগ নিবৃত্তি হইবার আকার ত দেখা যাইতেছে না। গবর্ণমেণ্ট যে উপায় অবলম্বন করিলেন এবং যে সমস্ত কর্ম্মচারিকে প্রেরণ করিলেন, তদ্দ্বারা এই বিবাদের শান্তি হয়, এরূপ সম্ভাবনা নাই। আমরা ভাবিয়াছিলাম জাকসন ও কাবেল সাহেব নীলকর ও প্রজাদিগের পরস্পর আন্তরিক না হউক বাহ্য সদ্ভাব করিয়া দিবেন। কিন্তু তাঁহাদিগের উভয়কেই অকৃতকার্য্য দেখিতেছি। তাঁহারা যে উপায় অবলম্বন করিয়াছেন, তাহাতে নীলকর ও প্রজা উভয় পক্ষেরই অসন্তোষ জন্মিয়াছে। নীলকরেরা যে হিসাবে কর লইতে চাহিয়াছিলেন জাকসন সাহেব তাহা অগ্রাহ্য করিয়াছেন, আবার প্রজারা পরগণার হারে যে কর দিতে প্রস্তুত ছিল তাহাও গ্রাহ্য করা হয় নাই। তিনি মধ্যে পড়িয়া গড়ে ॥৵ আনা, ৸৵ আর ও ১৷০ কর ধার্য্য করিয়াছেন। তিনি বলেন এক্ষণে যাবতীয় দ্রব্য মহার্ঘ হওয়াতে প্রজারা বিলক্ষণ লাভবান হইয়াছে, অতএব তাহারা কিঞ্চিৎ অধিক কর না দিবে কেন? এ স্থলে আমরা তাঁহাকে জিজ্ঞাসা করিতে পারি, দ্রব্যের যেরূপ মূল্য বৃদ্ধি হইয়াছে, সেই প্রকার কি পরিশ্রমের মূল্য বৃদ্ধি হয় নাই? কৃষকেরা কিছু একাকী সমুদায় ভূমির কৃষি কার্য্য নির্ব্বাহ করিতে পারে না; তাহাদিগকে মজুর খাটাইতে হয়, লাঙ্গলের ব্যয় আছে, গোমহিষাদির আহার আছে, এ সকলের জন্য তাহাদিগকে কি পূর্ব্বাপেক্ষা অধিক ব্যয় দিতে হইতেছে না? আর এই সকল [illegible]

লাভ থাকে, ভূম্যধিকারীরা তাহাতে তাঁহাদিগের যত্নে কি ভূমির উর্ব্বরতা গুণ সম্পাদিত হয়? তাঁহারা কি প্রজাদিগকে কৃষিকার্য্যের উন্নতি সাধনের উপায় সকল শিক্ষা দেন? প্রজারা আপনাদিগের যত্নে ও অভ্যাস বলে ভূমির যে কিছু উৎকর্ষ সাধন করিতে পারে, সেই মাত্র। যদি ভূমির উর্ব্বরতা গুণ বর্দ্ধন বিষয়ে জমীদারের কোন কার্য্য না রহিল, তবে জমীদার ও তাঁহার উত্তরাধিকারিগণ কি যুক্তির অনুসারে অধিকতর করের প্রার্থী হইতে পারেন? বিশেষতঃ ভূমি অধিক শস্যশালিনী হইলেই অধিকতর কর দেওয়া হইবে এরূপ নিয়ম করা অতিশয় অন্যায় ও অনিষ্টকর। সে দিবস রাজা মানসিংহ কি বলিয়াছিলেন? তাঁহাকে ভূস্বামী প্রভৃতির কৃষিকার্য্যে মনোনিবেশ করিতে বলাতে তিনি বলেন, পতিত ভূমিকে শস্যশালিনী করা বড় দুঃসাধ্য নহে, কিন্তু তাহা করিলে কি হইবে? আমাদিগের জমীদারির কর বৃদ্ধি হইবে এই মাত্র। এই কারণে লার্ড কানিঙ অযোধ্যা প্রভৃতি প্রদেশে চিরস্থায়ী বন্দোবস্ত করিবার সংকল্প করিয়াছিলেন। প্রজাদিগকেও কি সেই চিরস্থায়ী বন্দোবস্তের অংশভাগী করা বিধেয় নয়? তাহা করিলে কি ভূমির উর্ব্বরতা গুণের অধিক বৃদ্ধি হয় না?

যখন জমীদারেরা চিরকাল একবিধ কর দিয়া মুক্ত হইতেছেন, তখন প্রজার [illegible] কি? তাহারা অধিক পরিশ্রম করে, এই কি তাহাদের অপরাধ? তাহারা ব্যাঘ্র ভল্লুকাদির আবাসস্থান পতিত ভূমি সকলে কৃষিকার্য্য করিয়া ও তাহাতে পর্য্যাপ্ত শস্য উৎপাদন করিতেছে বলিয়া কি তাহাদিগের অর্থদণ্ড করিতে হইবে? এবম্বিধ নিয়ম পূর্ব্বতন নবাবদিগের শাসনকালে তুরুক ও পারস্য গবর্ণমেন্টেরই উপযুক্ত। আমরা গবর্ণমেন্টের নিকট এই প্রার্থনা করিতেছি, তাঁহারা জাকসন সাহেবের আজ্ঞা রহিত করিয়া যথার্থ পরগণার হিসাবে কর ধার্য্য করিতে বলুন। আমরা বরাবর কহিয়া আসিতেছি, সমুদায় বঙ্গদেশ এক বার জরিপ করিয়া ভূমির সীমা বদ্ধ করা নিতান্ত আবশ্যক। নেপোলিয়ন এই বলিয়া গৌরব করেন, তাঁহার কাডাষ্টার অর্থাৎ ভূমির যথার্থ হিসাব থাকাতেই ফ্রান্সে মকদ্দমার অনেক হ্রাস হইয়াছে। এদেশে সেই প্রকার করা না হয় কেন? বাঙ্গালীদিগকে মোকদ্দমপ্রিয় বলিয়া গালি দেওয়া হইয়া থাকে; কিন্তু যখন ভূমির এই প্রকার দুরবস্থা রহিল, তখন মকদ্দমা ব্যতিরেকে কিরূপে ভূমির স্বত্ব অব্যাহত থাকিতে পারে?

পরিশেষে আমাদিগের বক্তব্য এই, এই বিবাদের শীঘ্র মীমাংসা না হওয়াতে প্রজারা ক্রমশঃ উৎসন্ন হইতেছে। বহু দিন অবধি নীল সম্বন্ধ লইয়া নীলকরদিগের সহিত তাহাদিগের বিবাদ চলিতেছে, মকদ্দমায় মকদ্দমায় তাহারা অন্ন বস্ত্র ছাড়া হইয়াছে, সকল স্থানে সুন্দররূপ শস্যও উৎপন্ন হয় নাই। ইহার উপরে আবার কর লইয়া বিবাদ অবিশ্রান্ত যন্ত্রণা দিতেছে। এক উপদ্রবে ক্ষুদ্র প্রাণী প্রজারা কতক্ষণ তিষ্ঠিতে পারে? এই বিরোধের মীমাংসা না হওয়াতে পূর্ব্বতন নীলসংক্রান্ত অত্যাচার পুনরাবৃত্ত হইতেছে। শুনিতে পাওয়া যাইতেছে, অনেক স্থানের প্রজা নিতান্ত নিরুপায় হইয়া সেই অনর্থমূল প্রাচীন নিয়মে দাদন গ্রহণ করিতেছে। যে প্রণালীর উন্মূলনার্থ এত কাণ্ড হইয়া গেল, এত অর্থ ব্যয় হইল, বাঙ্গাল গবর্ণমেন্ট মিসনরিদিগের সহিত শ্রীবৃদ্ধিকারিদিগের কোপে পতিত হইলেন, লঙ সাহেবের কারাবাস হইল, সিটনকার সাহেব তিরস্কৃত হইলেন, সেই প্রণালী পুনরাবৃত্ত হইতে চলিল। উহা পুনরাবৃত্ত হইলে বঙ্গদেশের কৃষকেরা দক্ষিণ আমেরিকার ক্রীতদাসদিগের অপেক্ষা অধিক সৌভাগ্যশালী হইবে না।

এডুকেশন কৌন্সিলের পুনঃ স্থাপন প্রসঙ্গ।

এডুকেশন কৌন্সিল সভা উঠিয়া গি
য়াছে। সভা যে সমস্ত কার্য্য করিতেন,
সে সমুদায় এক ব্যক্তির হস্তে ন্যস্ত হই
য়াছে। কাজে যেরূপ দেখা যাইতেছে,
তাহাতে এটী শিক্ষাসম্বন্ধে এ দেশের
সৌভাগ্যের বিষয় না হইয়া দুর্ভাগ্যের বি
ষয় হইয়া উঠিয়াছে। এক্ষণে বিদ্যা শি
ক্ষার জন্য পূর্ব্বাপেক্ষা অধিক টাকা দেও
য়া হইতেছে, প্রধান প্রধান লোকেরা বি
দ্যার উন্নতির জন্য যত্নবান হইয়াছেন,
অনেক বি এ, বি, এল প্রভৃতি বাহির হ
ইতেছেন, কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট
যেন অন্তঃসারশূন্য হইয়াছে। পূর্ব্বে কৌ
ন্সিল সভার সভ্যেরা একত্র বসিয়া বিবে
চনা পূর্ব্বক নানা প্রকার প্রণালীর উদ্ভা
বন করিতেন, কোন বিষয় উপস্থিত হইলে
তন্ন তন্ন রূপে তাহার গুণ দোষ বিচার
হইত, সুতরাং যে বিষয় কর্ত্তব্য বলিয়া
স্থির হইত, তাহাতে সবিশেষ দোষ সম্পর্ক
হইবার তাদৃশ সম্ভাবনা ছিল না। বিশে
ষতঃ পূর্ব্বে কৌন্সিল সভা উপযুক্ত শিক্ষক
দিগকে যথানুরূপ পুরস্কার দিতেন, শি
ক্ষকেরাও উৎসাহ ও আহ্লাদ সহকারে
আপন আপন কর্ম্ম সুন্দর রূপে সম্পন্ন ক
রিতেন। তৎকালে এই একটি বিশেষ গু
ছিল, কেহ ইচ্ছা করিলেই অনায়াসে শি
ক্ষকদিগের উপরে আপনার নীচ প্রবৃত্তি
চরিতার্থতা সম্পাদনে সমর্থ হইতেন না।
এক্ষণে এই দোষ ঘটিয়াছে, কোন শিক্ষক
প্রধানতম কর্ম্মচারির অপ্রিয় হইলে তাঁহা
র যত কেন গুণ থাকুক না তাঁহার নিস্তা
থাকে না। যাহাদিগের অন্য দিগে উপা
না হয়, তাহাদিগের পক্ষেই পতিত পাব
এডুকেশন ডিপার্টমেন্ট আছেন। সচ্চ
কেহ এ ডিপার্টমেন্টে আসিতে চান না
এই সকল দোষের প্রতীকারের উপা
কি? আমরা শুনিয়াছি শীটন সাহে
বা কি পুনর্ব্বার এডুকেশন কৌন্সিল স্থাপ

রিবার প্রস্তাব করিয়াছেন। ইহাই এ কল দোষের প্রতীকারের একমাত্র উপা । ডিরেক্টর এই কৌন্সিলের সেক্রেটরি উন, ইনস্পেক্টরদিগকে ক্রমশঃ বিদায় ওয়া হউক, (তাহাদিগের দ্বারা এ পর্য্যন্ত শেষ কার্য্য ত দেখা যায় নাই) কয়েক ন সহকারী ইনস্পেক্টর থাকিলেই প গ্রামস্থ বিদ্যালয়ের উন্নতি সাধন হইতে রিবে। পরিশেষে বক্তব্য এই, এক ব্য ক্তির হস্তে শিক্ষা সংক্রান্ত গুরুভার সম ণ করিয়া নিশ্চিন্ত থাকা কোন ক্রমেই মাদিগের অনুমোদিত নহে। কখন খন একরূপ দেখা যায় বটে, এক ব্যক্তির স্তে সম্পূর্ণ কার্য্যভার থাকিলে কার্য্য যে প সুন্দররূপে সম্পন্ন হয়, পাঁচ জনের স্তে থাকিলে সেরূপ হয় না। সেই সেই [illegible] পাঁচ ব্যক্তি প্রধান কর্ম্ম কর্ত্তার কার্য্য [illegible] পথের অন্তরায় বলিয়া পরিগণিত ই॥ থাকেন। কিন্তু অনুধাবন করিয়া দে লে দেখিতে পাওয়া যায়, উল্লিখিত ন ও ক্ষমতাবান ব্যক্তির কার্য্যকর্ত্তৃত্ব পদে ধিষ্ঠান সুসঙ্গত নহে। আমরা ক্রমে ক্রমে শিক্ষা সংক্রান্ত কার্য্যের দুই জন ডিরেক্টর কে দেখিলাম। ইয়ঙ্গ সাহেবের কার্য্যের [illegible] পরিচয় দি, পাঠকগণ শ্রবণ করুন। ডুকেশন ডিপার্টমেণ্টের প্রধান অধ্য কর কর্ম দৈনিকশ্রমজীবীর, কেরাণীর থবা কম্পোজিটরের কর্ম নহে। কর্ত্তা [illegible] আদেশ করিবেন, তাহারা তদনুযায়ী রিবে। শিক্ষা সংক্রান্ত প্রধান অধ্যক্ষের নেকবিধ নূতন নূতন প্রণালীর উদ্ভাবন [illegible] তাহা অনেকবিধ চিন্তা ও সম সাধ্য। তদ্ভিন্ন কোন্ বিদ্যালয়ে কিরূপ [illegible] হইতেছে, তাহার তত্ত্বাবধান করিতে [illegible] এই [illegible] রিতে হইলে অনেক সময় আবশ্যক [illegible] সন্দেহ নাই। কিন্তু কুতপূর্ব্ব ডিরেক্টর [illegible] সাহেব উপবিষ্ট কর্ত্তৃপক্ষের নিকটে [illegible]য়াছিলেন, এডুকেশন ডিপার্টমেণ্টে

র অবস্থা শেষ করিয়া তাঁহার অনেক সম [illegible]থাকে। যা দেখিবা না শুনিয়া কেবল সরকারী কাগজে স্বাক্ষর করাই কি প্রধান অধ্যক্ষের কর্ম? প্রধান অধ্যক্ষ অসমর্থ হইয়া যদি সুন্দররূপে কার্য্য নির্ব্বাহ করি তে পারিতেন, তাহা হইলে মন্ত্রিসভা ও ব্যবস্থাপক সভা প্রভৃতি রাখিয়া রাজারা অকারণ ব্যয় গ্রস্ত হইতেন না। রোমের প্রাচীন কালের রাজাদিগের যে যে ব্যক্তি সেনেট সভাকে উপেক্ষা করিয়া কার্য্য করিয়াছিলেন, তাঁহারাই প্রজার অপ্রিয় হইয়াছিলেন।

—০—

নূতন পুস্তক ও পত্রিকা

প্রাপ্তি

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি, নিম্নলিখিত নূতন পুস্তক ও পত্রিকা প্রাপ্ত হইয়াছি।

১। উত্তররামচরিত সংস্কৃত, মহা কবি ভবভূতি প্রণীত। কলিকাতা সংস্কৃত কালেজের অধ্যক্ষ শ্রীযুক্ত [illegible] সাহেব [illegible] মুদ্রিত প্রচা রিত করিয়াছেন। ঐ কালেজের অলঙ্কার শাস্ত্রের অধ্যাপক শ্রীযুক্ত প্রেমচন্দ্র তর্ক বাগীশ মহাশয় ইহার স্থানে স্থানে টীকা ও দুরূহ শব্দের অর্থ করিয়া দিয়াছেন। পূর্ব্বের মুদ্রিত উত্তর চরিতের অনেক স্থানের অর্থ বিশদরূপে বোধগম্য হইত না। তর্কবাগীশ মহাশয়ের যত্ন ও পরিশ্রমে নূতন মুদ্রিত গ্রন্থের সে দোষ পরি হার হইয়াছে। গ্রন্থের কেবল এই অংশে উৎকর্ষ নয়, মুদ্রণ অংশেও উৎকর্ষ হইয়া ছে। ইহার মূল্য [illegible] নিরূপিত হইয়াছে।

২। প্রাণিবৃত্তান্ত। শ্রীযুক্ত বাবু চণ্ডীচরণ দে ইহার প্রণয়ন কর্ত্তা। ইহা প্র [illegible] রীতিতে লিখিত হইয়াছে। ইহার রচনা প্রণালী অতিসহজ। এতদ্দ্বারা সহজে অনেক প্রাণির বিষয় জানিতে পারা যায়।

৩। ঢাকাবার্ত্তা প্রকাশিকা। ইহ য় প্রকাশ হইতে আরম্ভ হইয় শ্রীযুক্ত বাবু রামচন্দ্র ভৌমিক সম্পাদন কার্য্যে ব্রতী হইয়াছেন।

৪। ভারতবর্ষীয় সভার [illegible] ধিবেশনের বি[illegible]।

—০—

দানপ্রাপ্তি।

আমরা কৃতজ্ঞতা সহকারে [illegible]কা করিতেছি, শ্রীমতী রাণী স্বর্ণময়ী আমাদিগে র প্রতিষ্ঠিত বিদ্যালয়ের সাহায্যার্থ ১০ টাকা দান করিয়াছেন

বিবিধ সংবাদ।

১০ই আষাঢ় সোমবার।

আমরা বরাবর বলিয়া আসিতেছি উত্ত [illegible] দিকে বিদ্রোহ হইবে বলিয়া যে ভয় কর হইয়াছে তাহা অমূলক। আগরার সেনাপতি বিগেডিয়ার ট্রেপ সেনাদিগকে সর্ব্বদা অস্ত্র [illegible] রাখিয়াছিলেন, এবং গির্জ্জায় অস্ত্রধারী সেনা লইয়া গিয়াছিলেন বলিয়া গবর্ণমেণ্ট উঁহার নিকট কৈফিয়ত চাহিয়াছেন।

[illegible] লিখিয়াছেন "জন [illegible] ইন্দুরপীর হওয়াতে লাড এলগিন তাঁক ক্ষমা করিলেন না কেন? এতদিন এতদ্দেশী [illegible] গুরুতর অপরাধ করিয়া সুপ্রিমকোর্ট [illegible] মুক্ত হইয়াছে।

কিছুদিন হইল ঢাকাস্থিত সংবাদ দাতা লিখিত রূপে [illegible] প্রধান কর্ম্মচারির গুণ বর্ণনা করিয়াছেন। তাঁহার জজ ও [illegible] মূর্খ, মাজিষ্ট্রেট [illegible] ও আমলাদিগকে সর্ব্বদা গালি দি[illegible] এবং [illegible] বেচারা [illegible] তাঁ কে কখন বুঝিতে পারেন না। আবার এ [illegible] ডেপুটি মাজিষ্ট্রেট আছেন, [illegible] হইয়া বলিয়াছেন, এতদ্দেশীয় কোন [illegible] দুইপ্রহর বেলা বলিয়া সাক্ষ্য দিলে তাহা [illegible] প্রহর রাত্রি বুঝিয়া লইতে হইবে। [illegible] তবে এক জন কম নন্। [illegible]

এতদ্দেশীয় সংবাদপত্রে [illegible] আবশ্যকতা বিষয়ে যাহা লিখিত হয়, [illegible]

...সম্পাদক বলেন তাহা অন্যায়। ...দিগের এই সংস্কার জন্মিয়াছে, ...সংলেক নহে, ...ইউরোপীয় হত্যাকারী ...ই। আমরা উহার কয়েকটি দুর্ঘ... করিয়াছি। ...এ সংবাদ ... ইউরোপীয়দিগের ...ত্যাগীর ... করা উচিত নহে?

...মিলমানসম্পাদক ... বলিতেছেন ...পবলিক ডিপার্টমেন্ট প্রবল ...সেনাপতির ...লব্ধ হইবে। যাহা হউক, ইহা ...দের প্রাদুর্ভাব নিবারণ করিতে ... পারিবে।

...দেশীয় লেপ্টেনাণ্ট গবর্ণরের আজিও ...প্লেগে ... হয় নাই।

লাহোর ক্রণিকেল সম্পাদক প্রকাশ করিয়াছেন আমীর দোস্ত মহম্মদ খাঁর এক দল সৈ... নগরে উপস্থিত হইয়াছে। ...সহিত শীঘ্র সন্ধি হইবে নচেৎ এক ...ঘোরতর যুদ্ধ হইবে।

...সাহেবকে কানপুরে বিচার ... কথা হইয়াছে।

অযোধ্যা গেজেটের এক জন পত্রপ্রেরক ... অল্প দিন হইল ... বাহাদুর ২ ... সহিত গঙ্গাস্নান করিবার জন্য ... ছিলেন। কিন্তু গবর্ণমেণ্ট ... লোক ... দিতে অস্বীকার করিয়াছেন। ... অনেক ... লোকের কষ্ট হইতে ... লোক লইয়া আসি... ...

উক্ত ... ...

...লো তাহাদিগকে ... ...হইয়া ... ...কাশ করি।

কানপুরে এক দল ... একত্রিত হইয়াছে। উহারা কোন ... শিক্ষা ও সমরবিশেষে ... প্রকাশ করিয়া ... লোকের উপরে ... করিয়া।

...বাণেতে এক... ত্যাগ করিয়াছে ... কি তাহা জানা যায় নাই।

শ্রীরামপুরের ... একটা স্ত্রীলোক তাহার ... বধ করিয়াছে। উহা ইহার কার...।

উক্ত স্থানে সম্প্রতি দুইজন ইউরোপীয় একটি ... স্ত্রীলোকের মুখবন্ধ ... চেষ্টা পায়। কিন্তু দৈবাৎ তত্রত্য দুইজন ভদ্রলোক তাহাদিগকে নিবারণ করেন। ঐ দুরাচারেরা কারাবদ্ধ আছে। অদ্যাপিও তাহাদিগের বিচার হয় নাই। উহাদিগের প্রতি বিশেষ দণ্ডবিধান করা কর্তব্য।

...প্রকাশের ... সংবাদদাতা বলেন কুমিল্লা অবধি চট্টগ্রাম পর্যন্ত যে ... আছে তাহা তত্রত্য কমিশনর পাকা করিবার প্রস্তাব ... এই রাস্তার জন্য ... টাকা ... করেন। কিন্তু ... তাহাতে ... সম্মত ... করিলে তত্রত্য লোক... উপকার হইবে সন্দেহ নাই।

...অ যাচ্চ ...

আমরা ... নামক একখানি ... তাহার ... লোকদিগের ইচ্ছা নাই। আমি... আমরা এই মাত্র কহিতে পারি ... যে ... পদ্য প্রচারিত হইয়া থাকে ... পরিত্যাগ করিয়া সম্পাদক যদি সামাজিক ও ... বিষয়ক প্রস্তাব লিখনে মনোনিবেশ করেন সমধিক ... লাভ করিতে পারেন।

... কলিকাতা ... টা ... আসিয়াছে।

... মহাজা	...	...
...	...	...

... সম্পাদক বলেন, ... আজ্ঞা দিয়াছেন ... উহাদিগের ... হইবে ... উৎপাদন ... উক্ত ... মুর্খ, তাহারা

এরূপ বিশ্বাস করি না, কিন্তু যদি এপ্রকার সম্ভাব হইয়া থাকে তাহা হইলে তাঁহারা ভারতবর্ষ হইতে দূরীভূত হইবার পথ আপনারাই করিতেছেন।

...সাহেবের কারাবাসের আদেশ হইলে ...দিগের যে সত্য হয়, ... পত্রে তাহার যে ... প্রকাশিত হইয়াছিল ... ঠিক ... আবশ্য থাকিতে পারে। উক্ত সম্পাদক ইংলণ্ডে যে পত্র প্রেরণ করেন, তাহাতে ... বিষয়ে লিখিয়াছেন ... জেনেরল ...দেশীয়দিগের ... অনুরোধে ... ক্ষমা করিলেন না। ... পত্রে আমার ... লর্ড ... ও তাঁহার মন্ত্রিরা যথার্থ ...নুসারে কার্য করিয়াছেন ... যে পত্রে এই প্রকার লেখা হয় ... তাহা ... লিখিয়াছিলেন তাহা কোন ক্রমেই ... হয় নাই।

উক্ত সম্পাদক আরও বলেন ... কলিকাতা ... ইউরোপীয়ের মৃত্যু হইয়াছে। বস্তুত, এই দুই বৎসর কলিকাতায় ... পীড়া হইতেছে। ... কলিকাতার ... এব ... হইবে।

...গেজেটের ... বলেন ... সন্ধিপ্রার্থী হইয়া ... লিখিয়াছেন ... কান্দাহার পূর্বে ... ছিল ... উহার মহম্মদ ... ছিলেন ... আসিবার ... প্রেদেশটী ... আপনার অভিপ্রেত। তিনি ... যুদ্ধ করিতে চাহেন না। ... এই ... উত্তর দিয়াছেন ... ফিরাইলে ... যুদ্ধ ... হয় না।

টাইমস অব ইণ্ডিয়া সম্পাদক বলেন, ... মানিকজী কাউয়াসজীকে ... পুলিস ... কথা ... যে ... করেন। তাহা তিনি বোম্বাই গবর্ণমেণ্টের ... করিয়াছেন। যদি উক্ত গবর্ণমেণ্ট তাহাকে

কিছু না বলেন, তাহা হইলে পারসীরা উদ্যোগী করিয়া এবিষয় ইংরেজীয় মহামন্ত্রীর প্রেরণ করিবেন । পারসীরা অঞ্জুমন আর্য্য বর্ত্তীয় সভা, অযোধ্যার শাখা সভা ও হাজারু জের সমাজের সহিত এক বাক্য হইয়া কার্য্য করুন।

হরজী ব্রহ্মচার্য নামক যে হতভাগ্যকে নানা সাহেব বলিয়া ধৃত করা হয় তাহার মৃত্যুর কারণ কল্পনার দ্বারা স্থির হইয়াছে । তাঁহার প্রস্রাবের দ্বারে পীড়া হইয়াছিল । তিনি এই পীড়া বহুদিবসাবধি ভোগ করিতেছিলেন। এস্থলে ইহার উল্লেখ করা আবশ্যক, যে পুলিস কমিসনর ও তদধীনস্থ কর্ম্মচারিগণ উক্ত পুরোহিত ও তাহার আত্মার প্রতি বিশেষ রূপে যত্ন করিয়াছিলেন। তাঁহার আত্মাকে পাথের দিয়া করাচিতে পুনর্ব্বার প্রেরণ করা হইতেছে ।

আমেরিকার গবর্ণমেণ্ট ক্রমশঃ জয় লাভ করিতেছেন । ক্রীতদাস রাখিবার নিয়ম উঠিয়া গিয়াছে । বহুসংখ্য দাস সেনাদলে প্রবেশ করিতেছে । বিদ্রোহি দিগের অধিক সংখ্য জাহাজ ও বিস্তর অস্ত্র প্রভৃতি গবর্ণমেণ্টের হস্তগত হইয়াছে । তাহারা সকলে ভীত হইয়াছে । রিচমণ্ড নগরের নিকটে যে যুদ্ধ হইবার সম্ভাবনা আছে তাহাতে যদি জয় হয়, তাহা হইলেই বিদ্রোহ ক্রীতদাস রাখিবার প্রথার সহিত নির্ব্বাণ হইবে সন্দেহ নাই । আমাদিগের এই প্রার্থনা ।

মেডলিকট সাহেব উচ্চ্যু মাট বেথ প্রতিনিধি হইবেন । বাবু ভূদেব মুখোপাধ্যায় উাহার সহকারী হইবেন ।

হুগলী জিলায় ব্রাহ্মণ বংশীয়া একটি যুবতি বিধবা আপনার তিন বর্ষীয় একটি পুত্রকে ত্যাগ করিয়া এক ব্যক্তির সহিত পলায়ন করিয়া বেশ্যা হয়, সে গৃহ হইতে অনেক দ্রব্য আনিয়াছিল, তাহার নামে নালীশ ও বিচার হইয়া তাহার দুই মাস মিয়াদ হইয়াছে । এই সকল দেখিয়া শুনিয়াও আমাদিগের দেশের লোকেরা বিধবা বিবাহের বিপক্ষতাচরণ করেন কি আশ্চর্য্য ।

১২ই আষাঢ় বুধবার ।

টাইম্‌স অব ইণ্ডিয়া বোম্বাইয়ের সংবাদ পত্রের প্রস্তাব গুলি অনুবাদিত করিতেছেন । উক্ত নগরে অনেকগুলি সাপ্তাহিক পত্র আছে, এক খানিও প্রাত্যহিক পত্র নাই । সম্পাদক বলেন, এই সকল পত্র বোম্বাইয়ের অনেক ইংরাজী-পত্র অপেক্ষা উৎকৃষ্ট কিন্তু তত্রত্য কৃতবিদ্যেরা দেশীয়পত্রের যথোচিত উৎসাহ দান করেন না । বঙ্গদেশে এই দোষটি ক্রমশঃ তিরোহিত হইতেছে ।

ফিনিক্স সম্পাদক প্রস্তাব করিয়াছেন, লণ্ডনস্থিত টেম্পল বারের ন্যায় এখানেও একটি ব্যবস্থা বিদ্যালয় স্থাপন করা কর্ত্তব্য । উত্তম প্রস্তাব । ইহা সুসিদ্ধ করিয়া তুলিবার নিমিত্ত সকলের যত্নবান হওয়া উচিত ।

উক্ত সম্পাদক কলিকাতার পেটিজুরির দোষ উল্লেখ করিয়া ভদ্রলোকদিগকে জুরিপদে নিযুক্ত করিতে কহিয়াছেন । ভদ্র লোক হইলে আফলাও প্রভৃতি জীবিকাকারীদিগের উপায় কি হইবে ?

বঙ্গদেশীয় প্রিন্টিং কোম্পানি অংশীদিগকে ইনকম টাক্স বাদে শতকরা ৭ টাকা লাভ দিয়াছেন । গত ষাণ্মাসিক রিপোর্টে প্রকাশিত হইয়াছে ছয় মাসের মধ্যে ১৭০১৩৬।/৫ টাকার কর্ম্ম হইয়াছে । দুইলক্ষ টাকার মূল ধনে এইলাভ সামান্য নহে ।

জাপানের দূতদিগের ইংলণ্ড ও ফ্রান্স গমন বৃত্তান্ত পূর্ব্বে পাঠকগণের গোচর করা হইয়াছে, তাঁহারা লণ্ডনস্থিত যাবতীয় অদ্ভুত পদার্থ, শিল্প প্রদর্শনী সভা, জাহাজ নির্ম্মাণের স্থল, চিকিৎসালয় প্রভৃতি দর্শন ও উত্তমরূপে পরীক্ষা করিয়াছেন । দূতদিগের সহিত কয়েক জন কর্ম্মাধ্যক্ষ আছেন তাঁহারা যে যে বিষয় দেখিয়াছেন তাহার চিত্র ও বিবরণ লিখিয়া লইয়াছেন । অনেক বিষয়ে দূতেরা বিশেষ পারদর্শিতা প্রকাশ করিয়াছেন । তাঁহাদিগের সহিত যে একজন চিকিৎসক গিয়াছেন, তিনি ব্যবচ্ছেদ বিদ্যা প্রভৃতি বিষয়ক যে মত প্রকাশ করিয়াছেন তাহাতে অনেক ইংরাজ চিকিৎসক বিস্ময় জ্ঞান করিয়াছেন । দূতেরা ফ্রান্সে অতিশয় সমাদরে গৃহীত হন । সম্রাট তাঁহাদিগকে স্বদেশ প্রতিগমনার্থ একখানি কাষ্ঠীয় জাহাজ প্রদান করিয়াছেন । পাঠকবর্গ বোধ হয় শুনিয়া কৌতুকাবিষ্ট হইবেন, প্রধান দূত সম্রাটের চিহ্ন স্বরূপ দুইপার্শ্বে দুইখানি তল
বাঁধিয়াছিলেন ।

ভাস্কর সম্পাদক বলেন, আলিপুরে আ
কসুরি, পোদ্দার প্রভৃতি জুরি হইয়াছে । ই
দিগের কেহ কেহ নামও স্বাক্ষর করিতে পা
না এবং অধিক সংখ্য লোকের পাঠ
নাই । আমাদিগের যেমন বিচারশক্তি তদ
রূপ জুরি হইয়াছে ।

সম্প্রতি হরিশস্মরণীয় সভা ভারতবর্ষী
সভাগৃহে হইতেছে । সভ্যেরা স্থকিয়াস ষ্ট্রী
বাবু কালীপ্রসন্ন সিংহের প্রদত্ত ভূমিতে "হ
রিশ সমাজ" নামক একটি বাটী করিবে
ইহাতে একটি পুস্তকালয় হইবে । এই বা
তে লার্ড কানিঙের প্রস্তরময়ী প্রতিমূ
ও গ্রাণ্ট সাহেবের চিত্রপট থাকিবে । লা
কানিঙের স্মরণার্থ অনেক টাকা জমিয়াছে
সেই টাকা হইতে গ্রাণ্ট সাহেবের এ
প্রস্তরময়ী প্রতিমূর্ত্তি না হয় কেন ?

গবর্ণমেণ্ট সাধারণ আফিস নির্ম্মা
জন্য ৩৫,৫০০০০ টাকা দিয়াছেন । ক
পোষ্ট আফিসের জন্য ৮ লক্ষ ও প্রেসিডেন্
ও অন্য অন্য কালেজের জন্য ৬,৫০,০০০ ট
টাকা দেওয়া হইয়াছে । রাইটর্সবিল্ডি
যথার্থই ক্রয় করা হইয়াছে ।

ভারতবর্ষীয় রেইলওয়ে কোম্পানি তৃতী
শ্রেণির শকট পূর্ব্বাপেক্ষা উৎকৃষ্ট করিয়াছে
তৃতীয় শ্রেণির শকট করিবারও উদ্যোগ ক
রিতেছেন । এই সঙ্গে দ্বিতীয় শ্রেণির শকটে
র ভাড়া কমাইয়া দেওয়া কর্ত্তব্য ।

মফস্বলাইট সম্পাদক বলেন, লালা জ্যোতি
প্রসাদ বলিয়াছেন যাঁহারা বিদ্রোহের আ
শঙ্কা করিতেছেন তাঁহাদিগের শঙ্কা অমূলক
তিনি বলিয়াছেন " এই সকল ঘটনার স
বলা হইলে আমি পূর্ব্বে জানিতে পারিব
মুলতানের যুদ্ধ ও বিদ্রোহের পূর্ব্বে আ
গবর্ণমেণ্টকে সতর্ক করিয়া দিয়াছিলেন ।

১৩ই আষাঢ় বৃহস্পতিবার ।

সম্প্রতি ইংলণ্ড হইতে ১০০০ ব্যক্তি নি
জিলাণ্ড দ্বীপে উপনিবেশ করিবার নি
প্রেরিত হইয়াছে । আর কয়েক সহস্র
যাইবে । উক্ত দ্বীপ শীঘ্র তুতন অস্ট্রে
হইবে । উপনিবেশ ... হইবার বিলম্ব নাই

...বণিজীয়। কিন্তু আক্ষেপের বিষয় এই, উপ-
নিবেশবাসিদিগের আগমনে আদিমদিগের
...ই আরম্ভ হয়, পরিশেষে কোন কোন
...লে তাহাদিগের সমূলে উন্মূলনও হইয়া
...কে।

কাশ্মীর নিবাসী জাফর নামক এক ব্যক্তি
...ত্তম রেসম প্রস্তুত করিতেছে। তাঁহার ক্ষে-
...ে বিস্তর গুটিপোকা ও তুতগাছ আছে।
...রেসম চীন দেশীয় রেসম অপেক্ষা উৎকৃষ্ট।
...ষিবিদ্যার উন্নতিকারিণী সভা তাহাকে
...ক রৌপ্যের মেডাল দিয়াছেন। চেষ্টা করি-
...ল এদেশেও রেসম উত্তম রূপ জন্মিতে
...ারে, কিন্তু দুঃখের বিষয় এই আমাদিগের
...মীদারেরা কেবল “কর” লইয়াই ব্যস্ত,
...ষিবিদ্যার উন্নতি তাঁহাদিগের পক্ষে “গা-
...ভাতের কাঠি বহা” হইয়াছে।

বোম্বাই গেজেট তত্রত্য বাণিজ্যের শ্রীবৃ-
...্র প্রমাণ স্বরূপ কহিয়াছেন বণিকদিগের
...ীর সংখ্যার অনেক বৃদ্ধি হইয়াছে যথা:—

	পূর্ব্বতন	বর্ত্তমান
...দির	২	১৮
...সলমান দের	৩	৭৫
...হুর	১৫	৮০
পারসীর	২৬	৬০

...াঙ্গাল দেশীয় হিন্দুরা বোম্বাইয়ের হিন্দু-
...দিগের অনুকরণ না করেন কেন?

পঞ্জাবের রেইলওয়েতে এঞ্জোর (স্লি-
...পের) অপ্রতুল হওয়াতে গবর্ণমেণ্ট লোহের
এঞ্জো দিয়াছেন। উক্ত রেইলওয়ে ১৮৬০
অব্দের অক্টোবর মাসের মধ্যে সম্পূর্ণ হইবে।
এদেশে কাষ্ঠের এঞ্জো অল্প দিন মাত্র থাকে।
অতএব লোহের এঞ্জো ব্যবহার করা মন্দ হয়
নাই।

ইংলণ্ডীয় এক খানি নিবিপার্ক সংবাদে
লিখিত হইয়াছে, পূর্ব্বে এদেশে বাটী নির্ম্মাণ
...বিদ্যায় সবিশেষ অনুশীলন ছিল। এক্ষণে যে
...মন শ্রম বিভাগ অল্প হইয়া আসিয়াছে পূর্ব্বে
...সেরূপ ছিল না। রাজ, মাপদার, সূত্রধর প্রভৃ-
...মজার সকলের কাজ পৃথক পৃথক ছিল, ভা-
...রতবর্ষের পূর্ব্বতন অবস্থার অনুসন্ধান করিলে
...অনেক বিষয়েই উৎকর্ষ লাভ দৃষ্ট হইবে।
...চিরপরাধীনতাই ক্রমে সকল গ্রাস করি-
...য়াছে।

বিচারপতিপদে ব্যারিষ্টর নিয়োগের
রোগ প্রবল হইয়া উঠিয়াছে। ইংলিসম্যানের
একজন পত্রপ্রেরক বলেন, ব্রহ্মদেশে এক্ষণে
যে নূতন রেকর্ড আদালত হইতেছে, ব্যারিষ্টর
ব্যতিরিক্ত অন্য ব্যক্তি তত্রত্য জজ, উকীল
প্রভৃতি হইতে পারিবেন না। গবর্ণমেণ্ট যদি
এরূপ প্রতিজ্ঞারূঢ় হইয়া থাকেন, তবে কি
জন্য এদেশে একটি ব্যবস্থা বিদ্যালয় স্থাপিত
না হয়? প্রতিযোগিতা থাকিলে এদেশীয়দি-
গকে কোন বিষয়েই বঞ্চিত থাকিতে হইবে
না।

মুলমীন নগর ক্রমশঃ একটি বৃহৎ বন্দর হ
ইতেছে। রেঙ্গুন টাইমস পত্রে তত্রত্য বাণি-
জ্যের নিম্ন লিখিত হিসাব প্রকাশিত হইয়া-
ছে:—

আমদানী	৮২,৩৬,০০০
রপ্তানী	৭৮,১২,০০০
মোট	১,৬০,৪৮,০০০

ইহার মধ্যে কাষ্ঠ ও শস্যের রপ্তানী অধি-
ক হইতেছে।

ঠাকুর শিববক্স সিংহ কিয়দ্দিবস পূর্ব্বে অ-
যোধ্যার একজন অবৈতনিক সহকারী কমিস-
নর হইয়াছিলেন। সম্প্রতি ভারতবর্ষীয় গব-
র্ণমেণ্ট তাঁহাকে অনুপযুক্ত বোধ করিয়া পদ
চ্যুত করিয়াছেন

ডাক্তর টমসন নামক একজন ফিরিঙ্গি ও
আনন্দ নামক একজন হিন্দু চিহ্নিত চিকিৎস-
কের পদপ্রার্থী হইয়া মান্দ্রাজ হইতে ইংল-
ণ্ডে গিয়াছিলেন, কিন্তু গবর্ণমেণ্ট বিপরীত
অন্যায় আজ্ঞা দেওয়াতে তাঁহারা ভারতবর্ষে
প্রত্যাগমন করেন। মান্দ্রাজের গবর্ণমেণ্ট তাঁ
হাদিগকে বিনা পরীক্ষায় সব আসিষ্টাণ্ট সর-
জন করিয়াছেন। ইহা অনুগ্রহ নহে।

করাচির জেল দারোগা কিনারলি ৫০০
টাকা তহবিল করাতে তাঁহার বিচার হইয়া
দোষ সপ্রমাণ হয়। জুরিরা এই বলিয়া তাহা
র প্রতি ক্ষমার অনুরোধ করেন যে তাঁহার
প্রধানতর কর্ম্মচারীরা প্রায় হিসাব পত্রে দৃষ্টি
করিতেন না বলিয়া তিনি লোভ সম্বরণ করি-
তে পারেন নাই। তন্নিমিত্ত তাঁহার এক বৎসর
কঠিন পরিশ্রম সহ কারাবাসের আদেশ হই-
য়াছে। তবে চোরেরাও বলিতে পারে আ-
মাদিগের দোষ কি? প্রভুর অনবধান ভিন্ন
আমরা লোভ সম্বরণ করিতে পারি নাই
হিন্দুস্থানিগণ একথা বলিলে শ্রীযুক্ত...
দল লাফাইয়া উঠিতেন।

হায়দরাবাদের নবাবের মন্ত্রী সালারজঙ্গ
উক্ত নগরের পুলিষ, দেওয়ানী ও ফৌজদারী
আদালতের সংশোধন করিয়াছেন। তিনি
বিদ্যা শিক্ষার জন্য এক সভা নিযুক্ত, একটি
চিত্রশালিকা ও একটি চিকিৎসা বিদ্যালয় স্থা
পন করিয়াছেন। সালারজঙ্গ ও দিনকর রাও
কোন ইউরোপীয় রাজার মন্ত্রি হইলে টালি...
রাণ্ড ও পামর্ষ্টনের ন্যায় বিখ্যাত হইতে
পারিতেন।

বাঙ্গলায় মিউনিসিপাল আইন প্রচলিত
হইয়াছে। ২৪পরগণার ম্যাজিষ্ট্রেট লিওনার্ড
কিলবরণ, সিলার ও কাম্পারো সাহেবের
ও বাবু রামগোপাল ঘোষ এক সভা স্বরূপ
নিয়োজিত হইয়াছেন।

আমরা ভাবিয়াছিলাম, লার্ড কানিঙ প্রা...
ন্টসাহেবের প্রদত্ত নীলপ্রধান প্রদেশের ক...
সংক্রান্ত নিগূঢ় প্রত্যুত্তর পাইয়া ক্ষান্ত হইবে-
ন। সম্প্রতি প্রকাশিত হইয়াছে ভূতপূর্ব্ব গব-
র্ণর জেনরল গ্রাণ্টসাহেবের নিকট ... অবাধ্য-
তার ... কৈফিয়ত চাহেন গ্রাণ্টসাহেব
তদুত্তরে লিখিয়াছেন তিনি ভারতবর্ষীয় গব-
র্ণমেণ্টের প্রতি অবজ্ঞা প্রকাশ করিয়া কোন
পত্র লিখেন নাই। উক্ত গবর্ণমেণ্ট ...
যাহা বলিয়াছেন তিনি তাহাই করিয়াছেন
বিশেষতঃ যে স্থলে উভয় গবর্ণমেণ্টের মতভেদ
অনৈক্য হইয়াছে তথায় তিনি ভারতবর্ষীয়
গবর্ণমেণ্টের আজ্ঞাই সাবধানে প্রতিপালন
করিয়াছেন। তথাপি বঙ্গদেশবাসীরা লার্ড
কানিঙকে এক প্রস্তরময়ী প্রতিমূর্ত্তি ও ...
দিগের উদ্ধার কর্ত্তাকে এক চিত্র পট দিলেন।

কড়াইবের লুঠের দ্রব্য বিক্রীত হইয়া ...
৫০০০০ টাকা লব্ধ হইয়াছে, এক একটি ...
কবরী থোকর ৫০ টাকায় বিক্রীত হইয়াছে
পাতিয়ালার রাজা ও কাশ্মীর এক জন ...
অধিকাংশ দ্রব্য ক্রয় করিয়াছেন।

লেপ্টেনেণ্ট গবর্ণর অদ্য জব্বলপুরে গমন
করিয়াছেন।

মান্দ্রাজ টাইমস সম্পাদক বলেন হায়দ-
রাবাদের নবাবের বাটীতে প্রতিমাসে দুই ...

হস্য টাকার বহুক ব্যয় হয়। তথাপি নবাবের শরীর শীতল থাকে না কেন?

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া বলেন, জন রক্তের বংশী হওয়া অন্যায় হয় নাই। এতদ্দেশীয় সংবাদ পত্র সকলে উক্ত ব্যক্তির বিষয়ে যাহা লিখিত হয় তদ্বিষয়ে উক্ত সম্পাদক লিখিয়াছেন “তাঁহারা (এতদ্দেশীয় সম্পাদকেরা) যথার্থ পৌত্তলিকের ন্যায় কার্য্য করিয়াছেন।” এতদ্দেশীয়দিগকে কথায় কথায় হত্যা করা খৃষ্টিয়ানের কার্য্য। সেই হত্যাকারীকে বাঁচাইবার চেষ্টা করাও খৃষ্টিয়ানের অলঙ্কার। খৃষ্টীয় ধর্ম্মের যদি এই ব্যাখ্যা হয়, তবে পৌত্তলিক ধর্ম্মই ভারতবর্ষে থাকুক।

১৪ই আষাঢ় শুক্রবার।

গবর্ণমেণ্ট উত্তর পশ্চিমাঞ্চলে দশ লক্ষ টাকার পয়সা প্রেরণ করিয়াছেন।

আমরা শুনিলাম জুলাই মাসের প্রারম্ভে বর্দ্ধমানে একটি ওকালতী পরীক্ষা হইবে।

শুনা গেল হায়দরাবাদের নবাবকে নূতন খেলাৎ দিবার সময়ে তত্রত্য রেসিডেণ্ট কর্ণেল ডেবিডসন ও ৪০ জন আফিসর জুতা ত্যাগ করিয়া সভায় যাওয়াতে গবর্ণমেণ্ট কর্ণেলকে ভর্ৎসনা করিয়াছেন। কেন জুতা পায়ে দিয়া না গেলে তরবার পাওয়া যায়। জুতা পায় দিয়া গেলে শির হইতে তাহার বা নম্র কাটা হয়। কি পরিতাপ।

মান্দ্রাজ টাইম্স সম্পাদক ফরাসী উপনিবেশে কুলি লইয়া যাইবার পুনর্ব্বার প্রতিবাদ করিয়াছেন। এ বিষয়ের অনুসন্ধান না হয় কেন।

কোচিন কুরিয়ার পত্রে লিখিত হইয়াছে, ত্রিবাঙ্কুরের রাজা স্বীয় রাজ্যমধ্যে গবর্ণমেণ্টের নূতন নোট প্রচলনের আজ্ঞা দিয়াছেন।

ইণ্ডিয়ান মিরর্ যথার্থই বলিয়াছেন নিয়ম বহির্ভূত প্রথা (নন রেগুলেসন) অতিশয় মন্দ। কর্ম্মচারিগণ ভাল হইলে কতক সুখ হয়, নচেৎ এই প্রণালী দ্বারা লোকের কেবল কষ্ট। আমরা কয়েক মাস পূর্ব্বে ইহার প্রতিবাদ করিয়াছিলাম।

উক্ত পত্রের একজন পত্রপ্রেরক ঢাকার বিবাহ বিষয়ের উদ্যোগী ও প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষরকারীদিগের কার্য্য বিবরণ জানিতে ইচ্ছু হইয়া জিজ্ঞাসা করিয়াছেন, ইঁহারা এত আড়ম্বর করিয়া শেষে কি করিলেন? এদেশের লোকেরা এরূপ বিষয়ে যা করিয়া থাকেন! কন্যার বয়স হইলার ভয় বড়।

১৫ ই আষাঢ় শনিবার।

আমরা শুনিয়া অতিশয় দুঃখিত হইলাম অদ্য বেলা দশটার সময় মাতলা রেইলওয়ের পিয়ালির পুলের কিয়দংশ ভগ্ন হইয়া কতক গুলি হত ও আহত হইয়াছে। শুনা যাইতেছে হতের সংখ্যা দশ ও আহতের সংখ্যা কুড়ি। পিয়ালির পুল মাতলা রেইলওয়ে কোম্পানিকে যাতিব্যস্ত করিয়া তুলিয়াছে।

পাঠকবর্গ ইউরোপীয় সমাচারে দেখিবেন কাবুলের যুদ্ধে হস্তার্পণ করা লার্ড পামরষ্টনের অভিপ্রেত নহে।

বোম্বাইয়ে অতিশয় ঝড় হইয়াছে।

ফিনিক্সের আলাহাবাদের সংবাদদাতা বলেন তথায় কয়েক ব্যক্তি অলঙ্কারের লোভে একটি বালকের প্রাণ বধ করিয়াছে। এই অনিষ্ট প্রায়ই ঘটিয়া থাকে, তথাপি এ দেশীয়েরা সন্তানকে অলঙ্কার পরাইতে ছাড়েন না।

উক্ত সংবাদদাতা বলেন তত্রত্য গবর্ণমেণ্টের ছাপাখানার ব্যয় সংক্ষেপ করা হইতেছে। যে সকল লিথ প্রাফর প্রভৃতিকে গবর্ণমেণ্ট কলিকাতা হইতে লইয়া যান, তাঁহাদিগের কি উপায় হইবে?

টাইমস অব ইণ্ডিয়ার পারিসস্থ সংবাদদাতা বলেন, পিয়ার্ড নামক এক জন ইঞ্জিনিয়র কেবল জলের দ্বারা রেইলওয়ে শকট চালাইতেছেন। ফরাসীসম্রাট ইহা দর্শন করিয়া অতিশয় আহ্লাদিত হইয়াছেন। এখানে সামান্য পথে রেইলওয়ের ন্যায় গাড়ি চালাইতে পারিলে দর্শন শাস্ত্রের সবিশেষ মহিমা প্রকাশ পায়।

উক্ত পত্রের লণ্ডনস্থিত সংবাদদাতা বলেন ইংলণ্ডে একণে সর্বশুদ্ধ ১৭০০০০ বলণ্টিয়র সৈনিক হইয়াছে। ভারতবর্ষের বলণ্টিয়রেরা কেবল সাধারণ অস্ত্রাগার শূন্য করিলেন।

অদ্য পূর্ব্ববাঙ্গালার রেইলওয়েতে পরীক্ষার্থ বাষ্পীয় শকট রাণাঘাট পর্য্যন্ত যাইবে। বাষ্পীয় একট দুইখানি, প্রথম শ্রেণির গাড়ি ও এক খানি দ্রব্যের গাড়ি গিয়াছে। কয়েক জন ইঞ্জিনিয়র আরোহী হইয়া গিয়াছেন।

পূজার পূর্ব্বেই সাধারণে যাইতে পারিবেন।

নিম্ন লিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ বিক্রীত হইতেছে:—

৪টাকার সিকা	৮১। ৮১॥০
৪টাকার কোম্পানির	৮৩।০।৮৩॥০
৫টাকার ঐ	১১২।১১২৮
৫॥ টাকার ঐ	১১৩।১১৪৶

ভাস্করী পত্রিকা হইতে উদ্ধৃত।

গত মাসের শেষ।

ইউনাইটেড্ এষ্টেট্স—ক্লাসেৰ—যুদ্ধ।

দক্ষিণ ক্যারোলিনা প্রদেশের একটী সভাতে কোন সময়ে এই প্রস্তাব হইয়া ছিল যে, দাসদিগকে উত্তম রূপে আহারাদি প্রদান করিয়া অল্প পরিমাণে কর্ম্ম করাইলে অধিক লাভ হয় না; অত্যল্প আহার দিয়া দিবা রাত্র খাটাইয়া সাত আট বৎসরের মধ্যে উহাদের আয়ুঃশেষ করিয়া দিলে অধিক লাভ হয়। সভ্য মহাশয়েরা নানা প্রকার তর্ক বিতর্ক করিয়া পরিশেষে এই স্থির করিলেন যে, শেষকল্পই অপেক্ষাকৃত লাভজনক সুতরাং ঐ কল্পই পরিগৃহীত হইয়াছে।

যে সমস্ত প্রদেশে চিনি ও তুলা জন্মায়, সেখানকার দাসেরা প্রায় প্রত্যহ ১৫। ১৬ ঘণ্টা কর্ম্ম করিয়া থাকে। এবং সময়বিশেষে তাহাদিগকে সমস্ত দিন ও সমস্ত রাত্রি কর্ম্ম করিতে হয়। ফলতঃ লুসিয়ানা ভিন্ন অন্য কোন প্রদেশেই সময়ের নিয়ম নাই। অন্যান্য প্রদেশের প্রভুরা ইচ্ছা করিলে যতক্ষণ দাস মৃত হইয়া ভূমিতে পতিত না হয়, ততক্ষণ পর্য্যন্ত কর্ম্ম করাইতে পারেন। সদয় লুসিয়ানার নিয়ম এই যে, দিবা রাত্রির মধ্যে দাসকে ২॥০ ঘণ্টা বিশ্রাম করিতে দিতে হইবে।

যদি দাসের কোন প্রকার ত্রুটি হইল তবে তাহাকে ভয়ানক দণ্ড ভোগ করিতে হয়। কখন বা হস্তে রজ্জু বাঁধিয়া ঝুলাইয়া রাখা হয়; কখন বা নগ্ন করিয়া কশাঘাত করা হয়, কখন বা উপুড় করিয়া ফেলিয়া হস্ত পদ খোঁটে বাঁধিয়া দোষী ব্যক্তির পুত্র কি ভ্রাতা কর্ত্তৃক আহত করান হয়; কখন বা ছুরিকা দ্বারা অঙ্গ চিরিয়া দেওয়া, কখন বা পিস্তল দ্বারা গুলি মারা কখন বা ক্রোধান্বিত বিড়াল দ্বারা গাত্র ক্ষত বিক্ষত করা, কখন উত্তপ্ত লৌহ দ্বারা গাত্রে দাগ দেওয়া, ইত্যাদি অভাবনীয় ভয়ানক শাস্তি দাসদিগকে ভোগ করিতে হয়। অঙ্গ প্রত্যঙ্গ ভগ্ন, দন্ত উৎপাটিত, কর্ণ ছিন্ন, ইত্যাদি ব্যাপার ত সর্ব্বদাই

...ন্য থাকে। গত বৎসর স্ত্রীলোকেরও এরূপ শাস্তি হইতে ত্রাণ পাইবার বিষয় নাই। তত্রত্য সংবাদপত্রে মধ্যে মধ্যে যেরূপ বিজ্ঞাপন প্রকাশিত হইয়া থাকে, তাহার দুই একটী উদ্ধৃত করা যাইতেছে। পাঠকবর্গ তদ্দ্বারা দাসদিগের দুরবস্থা বিষয় সহজেই অবগত হইতে পারিবেন।

"আমার দাসী নাম——পলায়ন করিয়াছে। তাহার কর্ণে ও গলদেশে কশাঘাতের বিলক্ষণ চিহ্ন আছে।"

"আমার তিন জন দাস পলায়ন করিয়াছে, এক জনের পৃষ্ঠদেশে কশাঘাতের বিলক্ষণ চিহ্ন আছে, গণ্ড ও চিবুক বিলক্ষণ ক্ষত।"

"আমার তিন জন দাস পলায়ন করিয়াছে। এক জনের কর্ণ নাই, এক জনের একটী চক্ষু নাই ও এক জনের হস্ত ভগ্ন।"

উত্তর কারোলিনার একটী নিয়ম এই যে, দাসকে লেখা পড়া শিখাইলে কি কোন পুস্তক পড়িতে দিলে উক্ত ব্যক্তির দুই শত ডালর অর্থদণ্ড জরিমানা ও কাফ্রির কারাবাস হইয়া থাকে।

দাসদিগের অবস্থার বিষয় আর অধিক লিখিবার স্থান নাই; অতএব এস্থলে একটী অত্যন্ত শোচনীয় বিষয়ের বর্ণনা করিয়া ক্ষান্ত হই।

"এক ব্যক্তি লুসিয়ানা প্রদেশে গিয়া সচরাচর লোকে যেরূপ করিয়া থাকে, অনেক ঋণ করিয়া চাস কর্ম্মে প্রবৃত্ত হইলেন, বৎসর২ যেরূপ উপার্জ্জন হইত, তদনুরূপ উত্তমর্ণদের দেয় পরিশোধ করিতেন। তিনি তত্রত্য আর একটী সাধারণ প্রথা অবলম্বন করিলেন——একটী কাফ্রি বংশোদ্ভব স্ত্রীলোকের সহিত প্রণয় করিলেন। দেশীয় নিয়মানুসারে শুভ্রকায় ব্যক্তির সহিত কাফ্রিবংশ জাত কন্যার বিবাহ হইতে পারে না, সুতরাং আইন অনুসারে সেই কামিনী তাঁহার বিবাহিত পত্নী স্বরূপ হইল না, কিন্তু ন্যায় ও যুক্তি মার্গ অনুসারে তিনি তাঁহার সহধর্ম্মিণী ছিলেন। ঐ স্ত্রীলোকটী বুদ্ধিমতী, রূপবতী, জ্ঞানসম্পন্ন ও ধার্ম্মিক ছিলেন। তাঁহারা দুই জনে পরম সুখে বিংশতি বৎসর কাল অতিবাহিত করিলেন। ঐ স্ত্রীলোকটীর বর্ণে কৃষ্ণদেহের লেশ মাত্রও ছিল কি না, সন্দেহ, কিন্তু তাহার কাফ্রি বংশ হইতে উদ্ভব, সুতরাং তাঁহার সন্তান সন্ততিরা দাসত্ব-শৃঙ্খল হইতে মুক্তি পাইতে পারে না, এই শঙ্কা করিয়া স্ত্রীলোকটী স্বাধীনতা প্রাপ্তির জন্য স্বামীকে সর্ব্বদা অনুরোধ করিতেন। স্বামী আজি কালি করিয়া ঔদাস্য করিতেন। অবশেষে তিনটী কন্যা রাখিয়া দুই জনেরই মৃত্যু হইল। কন্যা তিনটী পরম সুন্দরী ছিল; একটীর বয়স ১৫, একটীর ১৭ ও একটীর ১৮ বৎসর। মৃত ব্যক্তির ভ্রাতা উঁহাদের পৈতৃক বিষয়ের বন্দোবস্ত করিতে আইলেন। তিনি ভ্রাতুষ্কন্যাদের বিদ্যা বুদ্ধি দেখিয়া অত্যন্ত সন্তুষ্ট হইলেন এবং অচির কাল মধ্যে তাহাদিগকে স্বপোলযুক্ত সমাজে লইয়া যাইবেন, এমন আশা দিলেন। মৃত ব্যক্তির অত্যল্প ঋণ ছিল। উত্তমর্ণদিগের নিকট মৃত অধমর্ণের যাবতীয় বিষয়ের ফর্দ্দ দিবার রীতি ছিল; সুতরাং তিনি তাহাই করিলেন। কোন উত্তমর্ণ আসিয়া কহিল যে, তিনি সমুদায় বিষয়ের উল্লেখ করেন নাই——তিনি দাসের প্রকৃত সংখ্যা প্রদান করেন নাই, তাঁহার ভ্রাতুষ্কন্যাদের নাম দিয়াছেন। এই কথা শুনিয়া তিনি বজ্রাহতের ন্যায় স্তব্ধ হইয়া রহিলেন। অনন্তর তিনি সমুদায় উত্তমর্ণের দ্বারে২ গিয়া বিনীত ভাবে করুণা উদ্রেক করিবার চেষ্টা করিতে লাগিলেন, কিন্তু সেই পাষাণ হৃদয় ব্যক্তিরা কহিল "আমরা এমন বহু মূল্য দ্রব্য ছাড়িয়া দিতে পারি না।" তখন তিনি ভ্রাতুষ্কন্যা গুলির পরিবর্ত্তে তাঁহার নিজের সমুদায় সম্পত্তি দিতে চাহিলেন এবং বলিলেন "দাসী করিবার জন্য লোকে যত মূল্য দিতে চাহিবে, আমি তদপেক্ষা অধিক দিতেছি আপনারা ঐ গুলিকে পরিত্যাগ করুন।" তাহারা উত্তর করিল, "উহারা দাসাবৃত্তি ভিন্ন অন্য কর্ম্ম বিশেষের উপযুক্ত, তাহাতে নিয়োজিত করিলে বহুতর লাভ হইবে।" তখন তিনি হতাশ হইয়া মনে মনে বিবেচনা করিলেন যে তাদৃশ অবস্থাপিত করা অপেক্ষা উহাদিগকে বিনাশ করাই ভাল। অবশেষে ভ্রাতুষ্কন্যাদের অদৃষ্টে কি আছে তাহা তিনি হঠাৎ তাহাদের সমক্ষে ব্যক্ত করিলেন। শুনিবামাত্র তাহাদের যে কি হইল তাহা আর কি বলিব। তিনি বলিয়াছেন যে কাহাকে শোক বলে, কাহাকে আর্ত্তনাদ বলে ইতি পূর্ব্বে তিনি তাহা অবগতই ছিলেন না। তাহারা সেই অবধি আহার নিদ্রা পরিত্যাগ করিল এবং বিক্রয়ের সময় পর্য্যন্ত এক মুহূর্ত্তও পরস্পর চক্ষুর অন্তরাল হইল না। অবশেষে নিউ অর্লিয়ন্স বিপণিতে তাহারা অত্যুচ্চ মূল্যে অবক্রয় উদ্দেশ্য সাধনার্থে ক্রীত হইয়াছে, এখন তাহারা কোথায় কেহই জানে না, কিন্তু এক দিন অবশ্যই তাহারা পরমেশ্বর সমীপে উপস্থিত হইয়া এই নরাধমদের পাপাচারের সাক্ষ্য দিবে।"

যে যে প্রদেশে দাসব্যবসায় প্রচলিত আছে ও যে যে প্রদেশে প্রচলিত নাই তাহা পূর্ব্বেই উক্ত হইয়াছে। এক্ষণে সংক্ষেপে এই বলা যাইতেছে যে উত্তর খণ্ডে দাসব্যবসায় চলিত নাই; দক্ষিণ খণ্ডে আছে। স্বাধীন প্রদেশে (উত্তর খণ্ডে) বসতি প্রায় ১৯০৩৬১৭৩, দাস প্রদেশের বসতি স্বাধীন ৮০৩২৪৭০, দাস৩,৯৯৯,৩৫৪ সমুদায়ে ১২,০৩৭,৩২৪। উত্তর খণ্ডের পরিমাণফল ৬১৭,৫৯৭ বর্গ মাইল অর্থাৎ ইংলণ্ড ও ফ্রান্স একত্রিত হইলে যত হয় তাহার দ্বিগুণ। এই ক্ষণে এই দুই খণ্ড পৃথক হইয়া পরস্পর যুদ্ধ করিতেছে, উত্তর খণ্ডের প্রেসিডেন্ট লিঙ্কন, দক্ষিণ খণ্ডের প্রেসিডেন্ট ডেবিস। যুদ্ধের কারণ নিম্নে প্রদর্শিত হইতেছে।

যদি এক দেশের মধ্যে পরস্পর ভিন্ন মতাবলম্বী দুই সম্প্রদায় থাকে তাহা হইলে সে রাজ্যে কখনই সুশৃঙ্খলা থাকে না। দক্ষিণ দেশের লোক এরূপ দাসব্যবসায় অনুরক্ত যে ঐ প্রথার বিপরীত কথা শুনিবামাত্র অমনি খড়্গহস্ত হইয়া উঠে। যদি এই প্রস্তাবটী ইংরাজী ভাষায় লিখিত হইত আর যদ্যপি ঘটনাক্রমে প্রস্তাবলেখক দক্ষিণ খণ্ডে উপস্থিত হইতেন তবে তাঁহার প্রাণ সংশয় হইত সন্দেহ নাই। দাস ব্যবসায়ের বিরুদ্ধে এক খানি গ্রন্থ প্রকাশ করাতে হেল্পরের যে দুর্গতি হইয়াছিল এস্থলে তাহা স্মরণ করা কর্ত্তব্য। হেল্পর একজন দাক্ষিণাত্য লোক, তিনি অনেক বিবেচনা করিয়া স্থির করিয়া ছিলেন যে দাসব্যবসায় প্রচলিত থাকাতে দক্ষিণ খণ্ডের ক্রমশঃ অবনতি হইতেছে। তিনি উত্তমরূপে প্রমাণ দর্শাইয়াছিলেন প্রথমে দক্ষিণ খণ্ড অপেক্ষাকৃত উন্নত অবস্থায় অবস্থিত ছিল, কিন্তু কালসহকারে উত্তর খণ্ডের শ্রীবৃদ্ধি হইয়াছে আর দাস ব্যবসায় প্রচলিত থাকাতে দক্ষিণখণ্ড ক্রমশঃ শ্রীভ্রষ্ট হইতেছে। দাস ব্যবসায়ের বিরুদ্ধ গ্রন্থ প্রচার করাতে দক্ষিণ খণ্ডের লোকেরা হেল্পরকে বহুসংখ্যক মধ্যেই অপমান করিয়াছিলেন। যদি কেহ দাসত্বের বিরুদ্ধে কোন কথা কহে তবে তাহাকে এই বলা হয় তুমি এখন দক্ষিণে গমন করিলে আর বাঁচিয়া ফিরিয়া আসিতে পারিবে না। এদিকে উত্তর খণ্ডের লোকদিগের দাসব্যবসায়ের প্রতি অত্যন্ত দ্বেষ বিদ্বেষ। যখন একটী নূতন প্রদেশ যুক্ত হয় তখন সেই নবযুক্ত প্রদেশে দাসব্যবসায় প্রচলিত হইবে কি না ইহা লইয়া বিষম গোলযোগ উপস্থিত হইয়া উঠে। মিসৌরি যুক্ত করিবার সময় বিবাদের সূত্রপাত হয়, সেই অবধি দুই পক্ষে ঘোরতর বিসম্বাদ হইতেছিল। কখন বা এক পক্ষের জয় কখন বা অপরের

...কের জয় অর্থাৎ, কখন দাসত্বের পক্ষে থম বা দাসত্বের বিপক্ষে নিয়ম বিধিবদ্ধ হ-কে। বিচক্ষণ ব্যক্তিরা পূর্ব্বেই স্থির করিয়া ছিলেন যে শীঘ্রই উত্তর ও দক্ষিণ প্রদেশবা-রা পরস্পর পৃথক হইবে। অবশেষে, কাল র প্রতিপক্ষ উত্তর পক্ষবাদি লিঙ্কলন প্রেসিডেন্ট পদে অভিষিক্ত হইয়াছেন ই শ্রবণ করিবামাত্র দক্ষিণ খণ্ডের ৭টী প্রদেশ পৃথক হইল; সেই অবধি যুদ্ধ হ-তেছে।

দাসত্বপ্রচলিত প্রদেশ মাত্রেই যে দক্ষিণ খ-ণ্ডের সহিত যোগ দিয়াছে এমত নহে। প্রেসি-ডেন্ট লিঙ্কলন ঐ মধ্যবর্ত্তী প্রদেশগুলিকে স্বপক্ষ করিবার যে উপায় উদ্ভাবন করিয়াছেন হা অতি প্রশংসনীয়। তিনি প্রস্তাব করিয়া-ছেন যে ঐ সমস্ত প্রদেশের দাসগুলিকে ক্রয় রিয়া দেওয়া হউক, তাহা হইলে উহারা আর দক্ষিণ খণ্ডের সহিত যোগ দিবে না, শত্রুপক্ষ সহায়হীন হইয়া স্বয় ক্রমে পরাজিত হইবে। ই প্রস্তাবকার্য্য কিন্তু উহাতে সভাপতির বুদ্ধি-মত্তার বিলক্ষণ পরিচয় পাওয়া যাইতেছে। ইতি পূর্ব্বেই কলম্বিয়া প্রদেশের দাসদিগকে মুক্তি প্র-দানের অনুমতিপত্র প্রকাশিত হইয়াছে।

পূর্ব্বে দক্ষিণ খণ্ডের লোকেরা অনেকবার য় লাভ করিয়াছিলেন কিন্তু এক্ষণে উত্তরখণ্ড-বাসীরাই জয় লাভ করিতেছেন। অতঃপর ঐ কর সংবাদ পাওয়া কঠিন হইবে। উত্তর খণ্ডে রূপ বাঁধ আজ্ঞা হইয়াছে যে লোকে যেন অতঃ-র যুদ্ধের সংবাদ না পায়। টাইম্স পত্রিকার সম্পাদক রসেল সাহেবকে যুদ্ধ স্থানে যাইতে নিষেধ করিয়াছেন, ইহার তাৎপর্য্য কি তাহা ঝা যায় না।

যাহা হউক আমেরিকা মধ্যে সমরানল যত শীঘ্র নির্ব্বাপিত হয় ততই আহ্লাদ। শীঘ্র সন্ধি উক, শীঘ্র দাসত্ব উঠিয়া যাউক এই আমাদের কান্ত বাসনা।

দক্ষিণ খণ্ডে তুলা ও চিনি প্রচুররূপে জন্মিয়া থাকে; ঐ তুলা হইতেই পৃথিবীর অধিকাংশ লোকের বস্ত্র প্রস্তুত হয়। কিন্তু সম্প্রতি দক্ষিণ খণ্ডবাসীরা যুদ্ধে মত্ত হইয়া তুলা প্রভৃতি পণ্য ব্য আমদানি নীত হইতে দিতেছেন না। এ ম ইংলণ্ড ও ফ্রান্সের ঘোর বিপদ। আমেরি-কার তুলাতে এই দুই স্থানের অনেক লোকের জীবিকা নির্ব্বাহ হইয়া থাকে। সুতরাং সম্প্রতি সকল লোকের জীবিকার বিষম ব্যাঘাত জ-ন্মিয়া উঠিয়াছে *; ইংলণ্ডের প্রায় ৫০,০০০

লোকের অন্ন হইতেছে না। শুনা যাইতেছে যে ইংলণ্ড ও ফ্রান্স এই যুদ্ধে হস্তক্ষেপ করিয়া যাহাতে উভয় নিষ্পত্তি হয় তাহা করিবেন। এমন কি যদি রণ ভিন্ন নিষ্পত্তি না হয় তবে তাহা হইতেও পরাঙ্মুখ হইবেন না। কিন্তু যে ইংলণ্ড দাসত্বপ্রথা উঠাইয়া দিবার জন্য ২০০০০০০০০ বিশ কোটি টাকা ব্যয় করিয়াছিলেন এবং যে ইংলণ্ড ঐ মহতী কীর্ত্তি দ্বারা জগন্মান্য হইয়া-ছেন, সেই ইংলণ্ড যে দাসত্ব প্রথার কিছুমাত্র পোষকতা করিবেন, ইহা কি বিশ্বসনীয় হইতে পারে? কখনই না, কখনই না।

* এই বিপদ উপস্থিত হইবার আশঙ্কাক্রমে এই দেশে তুলা চাষ করিবার চেষ্টা হইতেছে। যদি তাহা রূপ দেশের শ্রীবৃদ্ধি হইয়াছে বোম্বাই তুলাতেও হইরূপ হইবেক।

৩রা জুন পর্য্যন্তের ইউরোপীয় সমাচার।

সেনাপতি ম্যাকিলন রিচমণ্ডের কয়েক ক্রোশ দূরে আছেন। বিদ্রোহীরা উক্ত নগরের সম্মুখে শিবির স্থাপিত করিয়াছে। এরূপ জনশ্রুতি তাঁহাদিগের সমভিব্যাহারে অধিক সংখ্য সৈন্য আছে।

বিদ্রোহীরা রিচমণ্ডের সাত তিন ক্রোশ দূরে জেমস নদীতে গবর্ণমেণ্টের মনিটর ও অন্যান্য লৌহাবৃত জাহাজকে পরাভূত করিয়াছে।

করিন্থের নিকটে অবাপিত কোন যুদ্ধ হয় নাই সকলে অনুমান করিতেছেন, মেম্ফিস নগরের সন্নিহিত পিলো দুর্গের নিকটে গবর্ণমে-ণ্টের কামানের জাহাজের সহিত বিদ্রোহীদি-গের কামানের জাহাজের যুদ্ধ হইবার সম্ভাবনা আছে।

গবর্ণমেণ্টের একজন সেনাপতি এক ঘোষণা পত্র দ্বারা জর্জিয়া দক্ষিণ কারোলিনা ও ফ্লো-রিডার ক্রীত দাসদিগকে স্বাধীন। প্রদান করি-বার আজ্ঞা দেন। সভাপতি লিঙ্কলন ঐ ঘোষণা তাঁহার অনভিমত হইয়াছে।

নিউ অর্লিয়ন্সের লোকেরা গবর্ণমেণ্টের ক্ষমতার সবিশেষ প্রতিবন্ধকতা করিতেছে।

রোমনগরস্থিত ফরাসী সেনা কমাইয়া অর্দ্ধেক করা হইয়াছে। কাউণ্ট মণ্টিবেলো তত্রত্য সেনাপতি হইয়াছেন। মন্ত্রর লাবালেট রোমে প্রত্যাগমন করিয়াছেন।

হাউস অব কমন্সে দুই দলে (হুইগ ও টোরি) সাধারণ ব্যয় লইয়া ঘোরতর বিবাদ করি-বেন। ষ্টান্‌স্ ফিল্ড সাহেব প্রস্তাব করিবেন এই ব্যয় সংক্ষেপ করা যাইতে পারে। লার্ড পামর্ষ্টন এই প্রস্তাব সংশোধনের প্রসঙ্গ করিবেন।

মি ষ্টান্সফিল্ড সাহেবের প্রস্তাব অগ্রাহ্য হয় তাহা হইলে ওয়ালপোল সাহেব লার্ড পা-মর্ষ্টনের প্রস্তাবের সংশোধনপ্রসঙ্গ করি-বেন।

হাউস অব কমন্সে এই প্রস্তাব হইয়াছিল, সৈন্যদলের আফিসরের পদ ক্রয় করিবার প্রথা আছে, তাহা রহিত করিবার অনুসারে পদ বৃ-

স্থির নিয়ম করা কর্ত্তব্য। এপ্রস্তাবক্রমে ...হই-য়াছে।

ব্রিটেনের সহিত আমেরিকার যে যু... হইতেছে, হাউস অব কমন্সে তদ্বিষয়ক তর্ক বি... তর্ক হইয়াছিল। লার্ড পামর্ষ্টন বলেন এযুদ্ধে ইংলণ্ডের হস্তার্পণ করিবার আবশ্যকতা নাই।

তুরুক সেনারা মণ্টিনিগ্রোর লোকদিগকে কয়েক যুদ্ধে গুরুতররূপে পরাজিত করিয়াছে।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

২৯এ মে—বাবু ...র রায় ...র প্রতিনিধি ... হইবেন।

বাবু মদনমোহন ...র প্রতিনি-ধি সদর আমীন ও সদর মুন্সেফ হইবেন।

১৭ই জুন—বাবু ...নন্দ গোস্বামী ...টির সাধারণ বিদ্যাশিক্ষাকার্য্যের কমিটির ...জন সভ্য হইবেন।

১৮ই জুন—জে, সি, গোল্ডিস সাহেব ...র সাধারণ বিদ্যাশিক্ষাকার্য্যের কমিটির এক ...ন সভ্য ও সেক্রেটারি হইবেন।

১৯এ জুন—জে, এফ, কে, হিউইট সাহে... ...বাদের প্রতিনিধি জাইণ্ট মাজিষ্ট্রেট ... ডেপুটি কালেক্টর হইবেন।

ডবলিউ, এল, ফিলি সাহেব নদীয়ার প্রতি-নিধি জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

২০ই জুন—সাঁওতাল পরগনার অন্তঃপাতি ...র সহকারী কমিসনর জে, ক্রফট সাহে... মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হইবেন।

সাঁওতাল পরগনার অন্তঃপাতি রাজমহলে... সহকারী কমিসনর এ, ডবলিউ, ...ট সাহে... মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

সাঁওতাল পরগনার অন্তঃপাতি ...র সহ-কারী কমিসনর জি, সি, এস, ...সাহেব ... কার্য্যবিধি আইনের ৩৮ ধারানুসারে সেসি... ও সুপ্রিমকোর্টে সমর্পণ করিবার যোগ্য ... প্রথম বিচার করিতে পারিবেন। এবং অধি... সকল ক্ষমতা পাইবেন।

২১এ জুন—নিম্নলিখিত ভদ্রলোকেরা ... ...র মাজবা চিকিৎসালয়ে কার্য্যনির্ব্বাহক ... সভ্য হইবেন।

আলানকোকন সাহেব। বাবু হীরা... শীল।

এল, লচ সাহেব প্রেসিডেন্সি কালে... ইতিহাস ও বার্ত্তা শাস্ত্রের সহকারী অধ্যা... হইবেন; কিন্তু যতদিন অন্যকোন আজ্ঞা না... উক্ত কালেজের প্রতিনিধি ইতিহাস ও বা... শাস্ত্রের অধ্যাপক থাকিবেন।

বাবু প্যারীচরণ সরকার প্রেসিডেন্সি ... লেজের ইতিহাস ও বার্ত্তা শাস্ত্রের প্রতি... সহকারী অধ্যাপক হইবেন।

আলিপুরের মুনসেফ বাবু গোপীনাথ ... ১৮৫৯ অব্দের ১০ আইনের ১৫০ ধারানু...

করিয়া পূৰ্ব্বে ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইবেন।

২৩এ জুন—জে, ডবলিউ কুক সাহেব বাকেরগঞ্জের লবণের এজেন্টের প্রতিনিধি সহকারী হইবেন।

ডবলিউ কেম্বল সাহেব ২৪ পরগণার মাজিষ্ট্রেটের সহকারী হইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণির সহকারী মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

নিম্ন লিখিত ভদ্রলোকেরা ১৮১৯ অব্দের ১০ আইন ও ১৮০৮ অব্দের ২৯ আইন, আর ১৮৩৫ অব্দের ৯ আইনের ২ ধারানুসারে ২৪পরগণার নিমক চৌকির সুপারিন্টেণ্ডেন্টের বিচারের ক্ষমতা পাইবেন।

ডেপুটি মাজিষ্ট্রেট মৌলবী আবদুল লতিফ মিয়ামহদের মৌলবী ওয়াজিজিন নবি।

কাজি মৌলবী আলি মহম্মদ।

পণ্ডিত মধুসূদন বাচস্পতি প্রবেশীয় পণ্ডিত।

২৩এ জুন—ওয়ান পুরের মাজিষ্ট্রেট ও কালেক্টর সি বি ক্লিমান সাহেব প্রথম শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

পাটনার প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর এচ. ডবলিউ, আলেক জাণ্ডার উক্ত জেলার দ্বিতীয় শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

ই গ্রে সাহেব মালদহের মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন, কিন্তু যতদিন অন্য কোন আজ্ঞা না হয় নদীয়ার মাজিষ্ট্রেট ও কালেক্টর থাকিবেন।

সি বি গারেট সাহেব পাটনার স্থায়ী মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন। কিন্তু যত দিন অন্য কোন আজ্ঞা না হয় হুগলির প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর থাকিবেন।

ডবলিউ এল, হলি সাহেব দ্বিতীয় শ্রেণির জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

এই নিয়োগ গ্রাণ্ট উইলিয়াম সাহেবের বিদায় লইয়া ... যাইবার পর অবধি হইবে।

প্রেরিত।

সবিনয় নিবেদন মহাশয় কৃপা প্রকাশ পূর্ব্বক মদীয় কতিপয় পংক্তি সংশোধন করিয়া সোমপ্রকাশে প্রকাশ করিবেন।

আমি পূর্ব্বে একুজেকিউটিব ডিপার্টমেণ্টের বিষয় লিখিয়া ছি, একণে জোডিসিয়াল ডিপার্টমেণ্টের বিষয়ে লিখিতেপ্রবৃত্ত হইয়াছি, কিন্তু একণে পুলিসের আইন পরিবর্ত্ত হইয়াছে সুতরাং পুরাতন পুলিস দেখিয়া আমি যে সকল নিন্দা লিখিয়াছিলাম, তাহা লেখা বৃথা। যাহা হউক. মফস্বলের ডেপুটী মাজিষ্ট্রেটদিগের কার্য্য পরীক্ষার্থ এক জন লোক নিযুক্ত হওয়া উচিত, অথবা উপরিস্থ বিচারপতিরা অন্ততঃ বৎসরের মধ্যে দুই বার আসিয়া গোপনে প্রজাদিগের নিকট হইতে ইহাদিগের গুণ দোষের বিবরণ শ্রবণ করেন, তাহা হইলে ভাল হয়। আমি অনেক স্থানে দেখিয়াছি যে অনেক ডেপুটী ভদ্রতা ভালরূপে কার্য্য করেন না, এবং ইহাদিগের প্রকৃতিও ভাল নহে। কেহ কেহ অতিশয় ধূর্ত্ত, কেবল কৌশল করিয়া আপনার উন্নতি করিয়া লন, পরের দুঃখের প্রতি দৃক্পাতও করেন না। কেহ কেহ অত্যন্ত উদ্ধত, আপনি কিছুই করিতে পারেন না, পরের দ্বারা সকল কার্য্য করাইয়া লন, কেহ কেহ অতিশয় উদ্ধত স্বভাব অত্যন্ত লোক পীড়ন করেন, কেহ কেহ বধাদি স্বামী আপনার পদের গৌরবে অনেক নিরপরাধী ব্যক্তিকেও ক্লেশ দেন।

পূর্ব্বোক্ত ভাবে ডেপুটী বাবুদিগের গুণকীর্ত্তন করিয়া লেখনী স্থগিত করিবার আবশ্যকতা নাই। এক্ষণে পুলিসের আর একটি বিষয় লিখিত হইবে। মফস্বলে সিপাহী সৈন্যেরা অতিশয় দৌরাত্ম্য করে, পুলিস দ্বারা কোনরূপে শাসিত হয় না, অতএব এবিষয়ের একটা উপায় করা উচিত আমি স্বচক্ষে দেখিয়াছি বীরভূম জেলার অন্তঃপাতি বেলগ্রামে অর্দ্ধেকের অধিক লোক এক্ষণে উঠিয়া গিয়াছে! হায়! তাহাদিগের ভগ্ন গৃহসকল দেখিলে হৃদয় বিদীর্ণ হইয়া যায়, কোন কোন গৃহ একেবারেই ভূমিশায়ী হইয়াছে, কোন গৃহের ভিত্তি অর্দ্ধভগ্ন হইয়াছে গবাক্ষ দিয়া আলোক দেখা যাইতেছে, কোনগৃহের উপরে তৃণমাত্রও নাই, কোন কোন গৃহের অঙ্গনে কেবল ভগ্ন মৃৎপাত্র মাত্র পতিত রহিয়াছে, এইসকল দেখিয়া অন্তঃকরণ দুঃখে পরিপূর্ণ হইল, কিন্তু কি করি কোন ক্ষমতাই নাই, পরিশেষে এই ভাবিতে লাগিলাম জগদীশ্বর ব্যতীত কোন ত্রাতা অবিবাসিত, সেই জগদ্বন্ধু ব্যতীত ব্রাক্ষ্যতোর দৌরাত্ম্য হইতে আমাদিগকে কে রক্ষাকরিবে।

ভ্রমণ কারিণ

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু।

১। এখানকার ভূতপূর্ব্ব কালেক্টর ও মাজিষ্ট্রেট শ্রীযুক্ত এইচ এইচ, বর্কিন্সম্ সাহেব কিছুকালেই মেদিনীপুরে আগমন করিয়াছিলেন। তিনি এখানে পদার্পণ করিবার অনতিবিলম্বেই পীড়া পিশাচী কর্ত্তৃক আক্রান্ত হইয়া কর্ত্তব্য কর্ম্ম প্রায় একদিনও স্বচ্ছন্দে সম্পাদন করিতে পারেন নাই এক মাস অতীত না হইতে হইতে দুরন্ত কাল তাঁহাকে কবলিত করিয়া, ঘাঁয় অতুরধাম নিরস্ত করিয়াছে। সম্প্রতি ইংলিশম্যান বিকর্ণরের কোন পত্রপ্রেরক অত্রত্য সুপ্রসিদ্ধ অসিষ্টাণ্ট সর্জন শ্রীযুক্ত বি কেণ্ডল সাহেব মহোদয়ের দুশ্চিকিৎসায় বর্কিন্সম্ সাহেব মানবলীলা সম্বরণ করিয়াছেন বলিয়া একখানি দুর্নিন্দ্য পত্র প্রকাশ করাতে শ্রীযুক্ত জাজের সাহেব ও শ্রীযুক্ত উইলিয়ম টেবি ক্রোধান্ধ হইয়া পত্রপ্রেরকের অনুসন্ধানে প্রবৃত্ত হইয়াছেন। তাঁহাদিগের সন্দিগ্ধচিত্ত কেবল ইংরাজিভাষাভিজ্ঞ কৃতবিদ্য বাঙ্গালিগণের দ্বারে দ্বারেই ভ্রমণ করিতেছে। মধ্যে মধ্যে মিসনরি শ্রীযুক্ত বেবেজ ফিস সাহেব মহোদয়ের বাতায়নতলে দৈবক্ বিপাক্ত করিয়া সন্দিগ্ধচিত্তে প্রত্যাগত হইতেছে। শুনিতে পাই বিকর্ণরে সম্পাদক মহাশয়কে পত্র লেখা হইয়াছে। লেখক প্রাদুর্ভব পাইলেই একটি বিদ্যাপবাদের মোকদ্দমা উত্থাপিত হইবেক।

২। এই জিলার অন্তঃপাতি থানা কেশপুর ক-... শিক্ষিত ...গ্রাম নিবাসী শ্রীযুক্ত বাবু রামকৃষ্ণ মহাশয় নামক এক ধনাঢ্য ব্যক্তির একটি এক... বর্ষীয় সন্তান ঐ গ্রামনিবাসি কতিপয় নী... প্রকৃতি বালক কর্ত্তৃক নিকটস্থ জলাতে অত্য... ... শ্রীযুক্ত ... রামেশ ... জয়েণ্ট মাজিষ্ট্রেট ... বিচারে ব্যক্তিগণের দোষ সপ্রমাণ হইয়া দুরাত্মাদিগের যাবজ্জীবন দ্বীপান্তর বাসের আদেশ হইয়া গিয়াছে।... ... পিতাই ... একটির অকালে ... প্রাণ পতিত হইবার মূলীভূত কারণ। ... যানবাহি প্রায় লক্ষ মুদ্রার অধীশ্বর হইয়াও ... ... বালকের প্রতি কিঞ্চিন্মা... মনোযোগ না করিয়া তাহার কণ্ঠে কিছু টাকা দেওয়াতে বালকটী গুণের লোভে ঐ দুরা... আপনাকে প্রদান করিয়াছিল। ঐ বালক এক দিবস দুরাত্মাকর্ত্তৃক আহূত হইয়া, পিতার অজ্ঞাতসারে ঐ দুরাত্মাদিগের সঙ্গে গ্রাম অতিক্রম ... গমন করে। তাহাদিগের অভিপ্রায় ... ... তাহারাও উক্তবাক্য প্রয়োগ করে। তাহাদিগের দৌরাত্ম্য ... ... পোড়ে ... ঐ অঙ্গে, ধবালক দুষ্টদি... কে ধমকাইল তাহাতে ... হইল, ঐ বালকটিকে ... ... নিপাতিত জলে করে। ... ... প্রায় আপনাদিগে ... ... বিষয়ে উদাসীন হইয়া এই প্রকারে সন্তান ... ...

১৯এ জুন ১৮৬২।

মেদিনীপুর।

প্রবাসি ... ।

মূল্যপ্রাপ্তি।

সোমপ্রকাশের সর্ব্বপ্রকাশের স্থানে ... পাইলাম।

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি ৭০ বৈশাখ পর্য্যন্ত কোং ১০
... ... যশোহর

১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত কোং ৫
" কেদারনাথ দাস মেদিনীপুর

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫
" হরচন্দ্র মুখোপাধ্যায় কলিকাতা।

১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত কোং ৫
" ... সাহেব কলিকাতা

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫
" রামনারায়ণ দাস কলিকাতা

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫
" ধনপতি সিংহ বাহাদুর মুরশিদাবাদ

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি ৭০বৈশাখ পর্য্যন্ত কোং ১০
" হরিশ্চন্দ্র মজুমদার বগুড়া

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫
" কৈলাসচন্দ্র দত্ত চিৎপুর

১২৬৯ বৈশাখ অবধি আশ্বিন পর্য্যন্ত কোং ৫
" কর্ণেল কেনিংটন সাহেব লণ্ডন

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি ৭০বৈশাখ পর্য্যন্ত কোং ১০

এই পত্র কলিকাতার দক্ষিণ পূর্ব্ব ... সোনাপুর গ্রামের দক্ষিণ চাঙ্গড়িপোতা ... শ্রীযুক্ত দ্বারকানাথ বিদ্যাভূষণের বাটীতে ... সোমবারে প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

“ সবর্ক্ষলা সজ্জনিস্থিতায় যার্থিনঃ ধবল্লেনী সুনিমবনী ন কাবর্না ।

ন ভ.প । 33 ন. বা. } সন ১২৬৯ । ২৪ আষাঢ় । ইং ১৮৬২ । ৭ জুলা { মাসিক মূল্য ১ টাকা বার্ষিক অগ্রিম ১০ টাকা

সোমপ্রকাশ ।

২৪এ আষাঢ় সোমবার ।

হুগলীর জুরি ও নরবলি ।

কয়েক সপ্তাহ অবধি হুগলীর নরবলি প্রসঙ্গ লইয়া তুমুল আন্দোলন হইতেছে । ইংরাজী সম্পাদকদিগের অনেকে বাস্তবিক বোধ করিয়া ইহাতে প্রত্যয় করিয়াছেন । তৎসংক্রান্ত মকদ্দমায় যাঁহারা জুরি হইয়াছিলেন, তাঁহাদিগের প্রতি দোষারোপ করা হইয়াছে । কিন্তু বাস্তবিক ঐ ঘটনা হইবার এবং জুরির বিচারে দোষ হইবার সম্ভাবনা আছে কি না, তাহার বিবেচনা করিয়া লোকের মনে যে অযথাভূত সংস্কার জন্মিয়াছে, তাহার দূরীকরণ নিতান্ত আবশ্যক । হুগলী কলিকাতার অধিক অন্তর দূরবর্ত্তী নহে । উহা গবর্ণমেণ্টের চক্ষুর উপরে রহিয়াছে বলিলে হয় । বিশেষতঃ ঠগী ম্যাজিষ্ট্রেট ও ডাকাইতি কমিসনর হুগলী ও বর্দ্ধমান প্রভৃতিতে যে প্রতাপ প্রকাশ করিয়াছেন, তাহা তত্রত্য লোকেরা অদ্যাপিও বিস্মৃত হন নাই, বিস্মৃত হইবার সম্ভাবনাও নাই । এরূপ স্থলে আজি কালি নরবলি দিবার ইচ্ছা ভ্রমক্রমেও কি প্রকারে মনের মধ্যে উদিত হওয়া সম্ভাবিত হয় ? যাহা হউক, এক্ষণে উহার আনুপূর্ব্বিক বৃত্তান্ত পাঠকগণের গোচর করা হইতেছে পাঠকগণ ! উহার তথ্যাতথ্য নির্ণয় করিবেন ।

জাহানাবাদে রামেশ্বর রায় নামে এক জন সদ্গোপ বাস করে । উহার কিঞ্চিৎ ভূসম্পত্তি আছে । তন্মূলক (যেমন আমাদিগের জমীদার ও তালুকদারগণের সচরাচর হইয়া থাকে) প্রতিবাসিগণের সহিত তাহার সর্ব্বদা বিবাদ বিসম্বাদ হইয়া থাকে । সে নিজেও ভাল মানুষ নহে । কয়েকবার তাহার নামে নালীশ হইয়াছিল, তাহার দ্বারা গুরুতর পাপ ক্রিয়ার অনুষ্ঠান অসম্ভাবিত নয় । কিছু দিন হইল, কয়েক ব্যক্তি একপরামর্শী হইয়া বৈরসাধন করিবার উদ্দেশে হুগলীর ডাকাইতি কমিসনরের নিকটে এই বলিয়া নালীশ করে যে রামেশ্বর একটি বিংশতিবর্ষীয় যুবককে আপনার প্রতিষ্ঠিত কালীর নিকটে নরবলি দিয়া তাহার দেহ অর্দ্ধ খণ্ড করিয়া নিক্ষেপ করিয়াছে । কমিসনর তৎক্ষণাৎ তাহার বাটীতে যাইয়া তাহাকে রুদ্ধ করিয়া সেসিয়নে সমর্পণ করেন । এস্থলে ইহার উল্লেখ করা আবশ্যক যে তাহার কালীর

নিকটে যুবকের ছিন্ন মস্তক দৃষ্ট হয় । রামে
শ্বরকে দুশ্চরিত্র বলিয়া পূর্ব্বে জজের সংস্কা
র জন্মিয়াছিল ; এক্ষণে এই অপবাদ অবণ
ও তাহার দেবী গৃহে ছিন্ন মস্তক দর্শন করিয়া
তাহাকে অপরাধী বলিয়া অনুমান করিলেন,
এবং জুরির নিকট [illegible] অনুরূপ
মকদ্দমার অবস্থা বর্ণন করিলেন ।

রামেশ্বরের বিপক্ষে যাহারা সাক্ষ্য
দিতে আইসে, তন্মধ্যে যে ব্যক্তি প্রধান,
সে বলিল, “ ঐ জৈষ্ঠ অমাবস্যা রাত্র
রাত্রি ৮।০ ঘটিকার সময়ে রামেশ্বর বিং
শতিবর্ষীয় একটি যুবককে নরবলি দিয়াছে ।
জুরিরা জিজ্ঞাসা করিলেন “ তুমি কি প্রকা
রে জানিলে ? ” সাক্ষী বলিল “ আমি স্বচক্ষে
দর্শন করিয়াছি ” সে আরও বলিল “
আমি দেড়রশি (১২০ হাত) দূরে দণ্ডায়মান
ছিলাম, দেখিয়াছি রামেশ্বর এক হস্তে যুব
ককে ধরিয়া অন্য হস্তে তাহার শিরশ্ছেদন
করিয়াছে । ” কিন্তু জুরিরা পঞ্জিকা আন
াইয়া দেখিলেন ঐ জৈষ্ঠ অমাবস্যা নহে
অপর, অমাবস্যার রাত্রি, ঘোরতর অন্ধ
কার, ১২০ হাত দূর হইতে মনুষ্যের নিরী
ক্ষণ করা কি সম্ভাবিত হয় ? সাক্ষী বলে
রামেশ্বরের নিকটে প্রদীপ ছিল না
বিশেষতঃ বিংশতি বর্ষীয় যুবককে রামেশ্বর
এক হস্তে ধরিয়া অন্য হস্তে বলি দিল ! সে
গোল যোগ অথবা আত্মরক্ষার চেষ্টা করিল
না ! ইহা কখন সম্ভাবিত হয় না । অপর, বলি
কৃত ব্যক্তির মস্তক গোলাকারে ও মসৃণ

বার ছিন্ন দৃষ্ট হয়। এক হাতে ধরিয়া অন্য হাতে ছেদন করিলে সেরূপ হইবার সম্ভাবনা নাই। পক্ষান্তরে রামেশ্বরের পক্ষীয় সাক্ষিগণ বলে ৬ই জ্যৈষ্ঠ সন্ধ্যার সময় তাহার স্ত্রী প্রসব হয়; সে ধাত্রী আনাইয়া আপনার অপর একটী সন্তান লইয়া নিজ গৃহে বসিয়া ছিল। তিন জন সাক্ষী এই কথা কহিয়াছে। তাহাদিগের জবানবন্দির কোন বৈলক্ষণ্য হয় নাই।

এরূপ স্থলে কোন্ জুরি এই ব্যক্তিকে অপরাধী বলিতে পারেন? জুরির কর্ত্তব্য কর্ম্ম কি? ইউরোপীয় প্রধান প্রধান ব্যবস্থাপকেরা বলিয়াছেন "জুরিরা সাক্ষিগণের জবানবন্দির অনুসারে আত্মমত প্রকাশ করিবেন"। অপরাধী ব্যক্তির অপরাধ দুই প্রকারে সপ্রমাণ হইতে পারে, এক, ধর্ম্মনীতি অনুসারে; দ্বিতীয়, আইনের অনুসারে। আইনের অনুসারে যে ব্যক্তির অপরাধ সপ্রমাণ না হয়, বিচারপতি কখন তাহার প্রাণদণ্ড করিতে পারেন না। যদি এই নিয়ম হইল, তাহা হইলে হুগলির জুরিদিগের কি দোষ আছে? তাঁহারা কি এক ব্যক্তির পূর্ব্বকার দুশ্চরিত্রের কথা শুনিয়া সন্তোষকর প্রমাণ ব্যতিরেকে তাহার প্রাণ দণ্ডের বিষয়ে মত দিতে পারেন? অর্থাৎ কি তাঁহাদিগের নিকটে রামেশ্বরের দোষ সপ্রমাণ করিতে সমর্থ হইয়াছে? বলা হইয়াছে রামেশ্বরের কালীর নিকটে ছিন্ন মস্তক পাওয়া যায়। তাহার শত্রুরা কি লোকের ছিন্ন মস্তক লইয়া তাহার কালীর নিকটে রাখিতে পারে না? সে সেদিন ব্যস্ত ছিল। এ স্থলে ইহাও বিবেচনা করা অবশ্য, রামেশ্বর যখন গোপনে নরবলি দিয়াছে বলিয়া কথা হইতেছে, তখন তাহা প্রকাশ [illegible] গুপ্ত হইতে হইবে তাহার সে শঙ্কা ছিল সন্দেহ নাই। যাহার এরূপ শঙ্কা ছিল সে যে নরবলি দিয়া সেই ছিন্ন মস্তক কালীর নিকটে রাখিয়া দিল, অন্যে আসিয়া অনায়াসে দেখিয়া গেল, ইহা কোন ক্রমেই সম্ভাবিত নহে। একস্থানে স্পষ্ট প্রতীয়মান হইতেছে, তাহার বিপক্ষগণ হইতে তাহার অজ্ঞাতসারে ঐ কাণ্ড ঘটিয়াছে সন্দেহ নাই। যে ব্যক্তি গোপনে মনুষ্য হত্যারূপ বৃহৎ কাণ্ড করিতে পারিল, সে কি একটী মস্তক গোপন করিতে পারিত না? বরিসালে একবার এইরূপ এক ব্যক্তির প্রাণদণ্ড হয়। সে জমীদারকে দণ্ড করিবার জন্য স্বীয় কন্যার শিরশ্ছেদন করিয়া হত্যাকারী বলিয়া ভূম্যধিকারীর নামে অপবাদ দেয়। আমরা শুনিয়াছি যুবকের স্বাভাবিক পীড়ায় মৃত্যু হয়, তৎপরে রামেশ্বরের বিপক্ষেরা তাহার মস্তক ছেদন করিয়া উহা নিশি কালীর মন্দিরে লইয়া রাখে। পীড়ায় মৃত ব্যক্তির শব লইয়া বিপক্ষকে জব্দ করিবার কথা পূর্ব্বে অনেক শুনা গিয়াছে। প্রায় তিন বৎসর হইল চব্বিশ পরগণার মধ্যে এইরূপ একটি ঘটনা হয়। যাহারা জুরি হন ও আপনাদিগের কর্ত্তব্য কর্ম্ম বুঝেন, তাঁহারাই জানিতে পারেন জুরির কার্য্য কেমন গুরুতর। বিচারপতি বলিতেছেন বলিবাই যে তাঁহারা এক ব্যক্তির প্রাণদণ্ডের আজ্ঞা দিবেন, একথা কে বলিবেন? পরমেশ্বরের নিকটে কোন ব্যক্তি তাঁহাদিগের জন্য দায়ী হইবেন? পরিশেষে আমাদিগের বক্তব্য এই যে এরূপ স্থলে জুরিদিগকে জজের ভর্ৎসনা করা অন্যায় সন্দেহ নাই। জুরিদিগেরও কর্ত্তব্য তাঁহারা এ বিষয়ের প্রতিবাদ করেন।

প্রধানতম বিচারালয়।

গত সোমবার অবধি সুপ্রীম ও সদর আদালতের একতা হইয়াছে। ঐ দিবসের অতিরিক্ত গেজেট দ্বারা এই প্রধানতম বিচারালয় স্থাপন বার্ত্তা সর্ব্বত্র প্রচারিত হইয়াছে। মঙ্গলবার ১৪ জন বিচারপতি গবর্ণমেণ্ট হাউসে গিয়া যথাবিধি শপথ করিয়াছেন। বাবু রমাপ্রসাদ রায় পীড়া বশতঃ প্রথমাবধি এই বিচারালয়ে প্রবেশ করিতে পারিলেন না। আমরা প্রামাণিক লোকের নিকটে শ্রবণ করিয়াছি, ইংলণ্ডেশ্বরী এতদ্দেশীয় বিচারপতি নিয়োগের ভার গবর্ণর জেনারেলের হস্তে দিয়াছেন। সর্ব্বশুদ্ধ ১৫ জন বিচারপতি নিযুক্ত হইবেন। ইংলণ্ডেশ্বরীর যত দিন ইচ্ছা, বিচারপতিরা নিজ নিজ পদে প্রতিষ্ঠিত থাকিবেন।

যে নিয়মে বিচারালয় স্থাপিত হইবে এবং যে সকল ব্যক্তি উহাতে ওকালতি করিতে পারিবেন, তাহা আমরা পূর্ব্বে লিখিয়াছি। আপাততঃ সদর ও সুপ্রিমকোর্টের যে দুই বাটী আছে, সেই উভয় স্থানেই বিচারপতিরা বিচারকার্য্য নির্ব্বাহ করিবেন। কলিকাতার ও মফস্বলের ইউরোপীয়দিগের বিচার পূর্ব্বের ন্যায় এক্ষণেও সুপ্রিমকোর্টে হইবে। যে সকল কাজ বাকী পড়িয়াছে সদর আদালত আপাততঃ তাহার নিষ্পত্তি ও আপীল শ্রবণ করিবেন। যত দিন একটি প্রশস্ত বাটী প্রস্তুত না হয়, তত দিন এইরূপ কার্য্য চলিবে। ইউরোপীয় ও এতদ্দেশীয় উভয় জাতিকেই এই অবধি একবিধ দেওয়ানী ও ফৌজদারী আইনের অধীনস্থ হইতে হইবে। এই সঙ্গে উভয় জাতিকে এক বিচারালয়ের অধীনস্থ করা হইলেই ভাল হইত। এই বিষয়ের সুসিদ্ধি হেতু আমাদিগকে কাল প্রতীক্ষা করিতে হইবে সন্দেহ নাই। প্রধানতম বিচারালয় ইংলণ্ডীয় আইন অনুসারে খ্রীষ্টধর্ম্মাবলম্বিদিগের বিবাহ ও দম্পতীর পরস্পরকে পরিত্যাগ প্রভৃতি বিষয়ের বিচারাদি করিবেন। যে সকল ফৌজদারী মকদ্দমা প্রথমাবধি এই বিচারালয়ে হইবে, তাহার আর আপীল হইবে না। অধস্থ বিচারালয়ে দণ্ড হইলেও যে মকদ্দমা প্রধানতম বিচারালয়ের গ্রাহ্য হইবে, ইংলণ্ডেশ্বরীর প্রিবি কৌন্সিলে তাহার আপীল চলিবে। দেওয়ানী বিষয়ে যে স্থলে ১০,০০০ দশ হাজারের অধিক টাকার মূল জমা হইবে, সে স্থলে আপীল চলিবে।

ইহার অপর উচ্চতর মকদ্দমায়ও যদি কোন বিষয়ে আইনের ব্যতিক্রম ঘটে অথবা আডবোকেট জেনরল তাহা ... তাহা হইলে তাহার আপীল হইবে, আপীল হইলে নথির সমুদায় নকল প্রেরণ করিতে হইবে। আর আর নিয়ম সকল সমান রহিল

বিচারালয়ের কার্য্যের নিয়মাবলি প্রস্তুত হইতেছে, তাহা প্রকাশ হইলে আমরা পাঠকবর্গের গোচর করিতে ত্রুটি করিব না। আমাদিগের দেশের অনেকে শঙ্কা করিয়াছিলেন, প্রধানতম বিচারালয়ে মকদ্দমা করিতে হইলে সুপ্রিমকোর্টের ন্যায় অধিক ব্যয় লাগিবে। কিন্তু আমরা স্পষ্টাক্ষরে কহিতেছি সে কেবল তাঁহাদিগের শঙ্কা মাত্র। এতদ্দেশীয় অনেক উকীল তন্মধ্যে প্রবেশ করিতেছেন; প্রত্যুত পরে অনেক বি, এল উকীল হইবেন। এমত স্থলে অধিক ব্যয় হওয়া সম্ভাবিত নহে।

হুগলির ইমামবাড়ী ও বর।

সম্প্রতি হুগলীতে এক লজ্জাকর ব্যাপার ঘটিয়া গিয়াছে। এক ভদ্রলোক সমারোহ করিয়া তত্রত্য এমামবাড়ীর নিকট দিয়া বিবাহ করিতে যাইতেছিলেন। তত্রত্য শাকগাজী (এমামবাড়ীর কর্ত্তা) উক্ত বাটীর সম্মুখে বরযাত্রিদিগকে বাদ্য করিতে নিষেধ করিলেন। তাঁহারা সে কথা গ্রাহ্য না করাতে কতক জন মুসলমান আসিয়া মারামারি করিল। বর পাত্র পলাইয়া এক মিত্রের গৃহে আশ্রয় গ্রহণ করিল। পরে তাঁহারা এক শকটে করিয়া বাটীতে প্রত্যাগমন করিলেন। তত্রত্য মাজিষ্ট্রেটের নিকটে ঐ বিষয়ের নালীশ হইয়াছে। উহার কি ফল হইয়াছে আমরা তাহার নিশ্চয় সংবাদ পাই নাই, কিন্তু আমরা এক প্রামাণিক লোক মুখে শুনিলাম, তত্রত্য মাজিষ্ট্রেট পামর সাহেব (যিনি হুগলীর লোকদিগকে বল পূর্ব্বক রাজপথে জল দেওয়াইয়াছিলেন) আজ্ঞা করিয়াছেন, এমামবাড়ীর নিকটে কোন কিছু বাদ্য করিতে পারিবেন না। কোন আইন অনুসারে এই আজ্ঞা দেওয়া হইয়াছে, আমরা বুঝিতে পারিতেছি না।

বর বাদ্য করিয়া বিবাহ করিতে যাইতেছিল, ইমামবাড়ীর অধ্যক্ষ এই অপরাধে তাহাদিগকে প্রহার করিলেন, ইহা শুনিয়া পাঠকগণ বিস্ময়াপন্ন হইবেন সন্দেহ নাই। কিন্তু ইমামবাড়ীর অধ্যক্ষ যেরূপ লোক, তাঁহার গুণের কথা শুনিলে বিস্ময় জন্মিবার সম্ভাবনা নাই। ঐ ব্যক্তি এক জন আফগান, যে সময়ে ইংরাজদিগের সহিত কাবুলের যুদ্ধ হয়, সেই সময়ে সে ইংরাজদিগের পক্ষ হইয়া চরের কার্য্য করিয়াছিল। সেই কার্য্যের পুরস্কার স্বরূপ গবর্ণমেণ্ট উহাকে ইমামবাড়ীর অধ্যক্ষতা পদ প্রদান করেন। ঐ ব্যক্তি অতিশয় মূর্খ ও ইন্দ্রিয়পরায়ণ। সে যখন স্বদেশের বিপক্ষ হইয়া চরের কার্য্য করিয়াছে তখন তাহার স্বভাব ছিত্রিত ও স্বদেশানুরাগের পরিশূন্যতা পরিচয় হইয়াছে। উহার অসাধ্য কোন কর্ম্ম আছে আমাদিগের এরূপ বোধ হয় না।

যাহা হউক, হুগলির মধ্যে কাহারও ঐরূপ কার্য্য করা অল্প সাহসের কর্ম্ম নহে। এ সময়ে গবর্ণমেণ্ট ... সে হঠাৎ কেহ কিছু করিতে পারিবে না, আমরা অনুরোধ করিতেছি এই মূর্খ ইন্দ্রিয় পরায়ণ ব্যক্তিকে ও তাহার তুল্যাভিষিক্ত সহচরদিগের সমুচিত দণ্ড হয়। মাজিষ্ট্রেটের আজ্ঞার বিরুদ্ধে আমাদিগের বক্তব্য এই হুগলীর ও ভারতবর্ষীয় সভা ও ... লোকে এই বিষয় গবর্ণমেণ্টের গোচর করুন।

বারাসতের মারীভয়।

বারাসত প্রভৃতি স্থানের মারীভয় ক্রমশঃ অত্যধিক বৃদ্ধি পাইতেছে। প্রতিদিন বহুসংখ্য লোকে প্রাণত্যাগ করিতেছেন। যাঁহারা জীবিত আছেন, তাঁহাদিগকে জীবন্মৃত বলিলেই হয়। এক বৎসরের অধিক হইল, তাঁহারা জ্বর, প্লীহা, যকৃৎ প্রভৃতি নানা রোগ ভোগ করিতেছেন। অনেকে এই সময়ের মধ্যে ৪০। ৫০ বার পীড়িত হইল। সকল বাটীতেই পীড়া, সর্ব্বস্থানেই ক্রন্দন ধ্বনি, সকল পুষ্করিণীর তীরেই মৃত দেহ দৃষ্ট হয়! শবদাহ করেন, এরূপ লোক সকলের নাই। যাঁহাদিগের সঙ্গতি আছে, তাঁহারা নিয়মিত ঔষধ সেবন করিয়া প্রাণে বাঁচিয়া আছেন। কিন্তু বাঁচিয়া আছেন এই মাত্র। সকলেই প্রায় ক্ষীণ, দুর্ব্বল ও অস্থিচর্ম্মাবশিষ্ট! দরিদ্রলোকের ভয়ানক কষ্ট হইয়াছে। যাহাদিগের কৃষিকার্য্যের উপরে নির্ভর তাহাদিগের কষ্টের পরিসীমা নাই। রোগে রোগে জীর্ণ হইয়া তাহাদের কার্য্য বন্ধ হইয়া পড়িয়া আছে, সুতরাং পীড়া ও দারিদ্র্য উভয় যুক্ত ভীষণ মূর্ত্তি ধারণ করিয়াছে। অনেক গৃহ লোক শূন্য হইয়াছে। অনেক বালক ও বালিকা মাতা পিতা প্রভৃতি আশ্রয় হীন হইয়া ভিক্ষাজীবী অথবা কুটুম্বগণের গলগ্রহ হইয়াছে। কি বলবান, কি ক্ষীণ, কি বৃদ্ধ, কি যুবক, কেহই জ্বরের হস্ত হইতে মুক্ত নহেন। অন্য দেশ হইলে এত দিন উহার প্রতিকার হইত সন্দেহ নাই।

বারাসতের শাখা ভারতবর্ষীয় সভা, বর্ষের মারীভয় নিবারণের চেষ্টায় আছেন। তাঁহারা যত দূর হইতে পারে, তাঁহারা তাহা করিয়াছেন। কিন্তু ইহার রোগ নিবারণে সমর্থ হন নাই। তাঁহারা এক প্রকার হতাশ হইয়া গবর্ণমেণ্টের নিকটে আবেদন করিয়াছেন। লেপ্টেনণ্ট গবর্ণর আবেদন পাইয়া এবিষয়ে কমিসনরের রিপোর্ট চাহিয়াছেন। গবর্ণমেণ্ট যে আশ্রয় দিবেন, তদ্বিষয়ে সংশয় নাই; কিন্তু যত বিলম্ব হইতেছে, ততই লোকের কষ্ট অসহ্য হইতেছে। এক্ষণে কমিসনর নিজে যাইয়া সত্বর তত্ত্বানুসন্ধান করিয়া এবিষয়ে ...

করেন এই আমাদিগের অনুরোধ। আমরা পূর্ব্বেও কহিয়াছিলাম, পুনরায় [illegible], বারাসত প্রভৃতির স্থানদোষ [illegible]য়াছে। যাহাতে ঐ দোষ সংশো[ধিত] হয়, বারাসতের শাখা [illegible] ও গবর্ণমেণ্ট উভয়েরই তদ্বিষয়ে বিশেষ যত্নবান হওয়া উচিত।

দামোদরের পশ্চিম পার্শ্বের লোকদিগের দুরবস্থা।

আমরা বর্দ্ধমানের অন্তঃপাতী [illegible] হইতে এক খানি পত্র পাইয়াছি। [তাহা] পাঠ করিলে কেবল যে দামোদরের পশ্চিম পার্শ্ববর্ত্তি গ্রামবাসিদিগের দুরব[স্থার] বিষয় অবগত হওয়া যায় এমত নহে, সময়ে সময়ে আমরা [illegible] রাজকর্মচারিদিগের [illegible] যে সকল কষ্ট পাইয়া থাকি, উহা তাহার একটী প্রকৃষ্ট উদাহরণ স্থল। দামোদরের যখন নৈসর্গিক অবস্থা (দুই [illegible] খোলা) ছিল, তৎকালে উল্লিখিত [illegible] এক্ষণকার শস্যাংশের [illegible] ছিল না, প্রত্যুত দামোদরের পশ্চি[ম] [illegible] দ্বারা উত্তর পার্শ্বের [illegible] অতিশয় শস্যশালিনী ছিল। প্রচুর [illegible] লোকেরই লোকে অনাজ হইতে [illegible] উভয় পার্শ্বে বাস করেন।

যখন দামোদরের উভয় পার্শ্বে বাঁধ ছিল, তখনও অনেক [illegible] যে সকল সুফল [illegible] ছিল। কখন কোন [illegible] বাঁধ ভাঙ্গি[য়া] [illegible] দুই একটী গ্রামের অনিষ্ট হইত [মাত্র] এই মাত্র। কিন্তু প্রতি বৎসর [illegible] গ্রামের অনিষ্ট হইত না। যে বৎসর [illegible] ভাঙ্গিয়া যে গ্রামের শস্য ক্ষতি হইত [illegible] বৎসর সে গ্রামে দ্বিগুণ [illegible]। এক্ষণে পশ্চিম পার্শ্ববাসিদিগের [illegible] [illegible] নাই। প্রতি বৎসর অবাধে [illegible] দিগের শস্য ক্ষতি হইয়া থাকে। [illegible] যে সকল শস্য নিতান্ত অল্প হয়, সেই ব[ৎ]সরই তাহারা দুই চারি মুষ্টি ধান্য পায়।

[illegible] এই গেল। তাহাদিগের বাস সুখের ও সীমা নাই। বর্ষাকালে বর্দ্ধমানের এক একটী গ্রাম এক একটি দ্বীপ স্বরূপ হয়, চতুর্দ্দিক জলাকীর্ণ ভূমি দ্বারা পরিবেষ্টিত হয়; গ্রামাভ্যন্তরে প্রবেশ [illegible] উপস্থিত হইলে সর্ব্বনাশ; গ্রামান্তরে যাওয়া দূরে থাকুক, এক বাটী হইতে অন্য বাটীতে যাওয়াও অসাধ্য [illegible] বোধ হয়, গ্রাম মধ্যে বন্যার জল [illegible] [illegible]। রাস্তা ঘাট প্রভৃতি নিতান্ত দুর্গম করিয়া তুলে। ফলতঃ না আছে [illegible], না আছে [illegible] সুখ, কোন সুখই নাই। [illegible] যে তাহারা বাসভূমি পরিত্যাগ করিতেছে না, সে কেবল [illegible] পৈতৃক বাস ভূমিতে [illegible] পরিচয় দিতেছে। এ দেশীয়েরা যে পৈতৃক বাসভূমির প্রতি [illegible], এটী তাহার একটি [illegible] স্থল। যাহা হউক, এই [illegible]দিগের প্রতি গবর্ণমেণ্টের কিঞ্চিৎ কৃপা কটাক্ষ করা উচিত। দামোদরের বক্ষ স্থান নিতান্ত অপ্রশস্ত ও অগভীর। পর্ব্বত হইতে একদা অধিক জল আগমন করাতে নদীগর্ভ মধ্যে জল [illegible] না হইয়া দেশ ভাসিয়া যায়। স্থানে স্থানে দূরে বাঁধ দিয়া নদীগর্ভ প্রশস্ত করিয়া দিলে, এবং স্থানে স্থানে [illegible] করিয়া জল নির্গমের পথ করিয়া দিলে ঐ [illegible] তাহাদিগের বর্ত্তমান [illegible] বিপদ [illegible] সম্ভাবনা আছে। [illegible] যদি এই সকল [illegible] বায় সমাধা [illegible] করেন, [illegible] লোকদিগের নিকট হইতে অনেক সাহায্য লাভ হইতে পারে।

[illegible]

[illegible] বৎসর দামোদরের [illegible] পশ্চিম পার্শ্ববর্ত্তী শ্রীকৃষ্ণ[illegible] যে পরিমাণ দুরবস্থা [illegible] লোক [illegible] সকল [illegible] ও কর্ম্ম-পক্ষ [illegible] কর্ম্ম-

চারিদিগের অনবধানতায় যে ভয়ঙ্কর দুর্ঘটনার সূত্রপাত হইয়াছে, তাহা শ্রবণ করুন।

গত বর্ষের ন্যায় [illegible]দিগকে আর [illegible] [illegible] পতিত হইতে না হয়, তন্নিমিত্ত গ্রামস্থ সুশিক্ষিত জমীদার শ্রীযুক্ত বাবু [illegible]নাথ মিত্র মহাশয় এক মাস রাজধানীতে বাস করিয়া চীফ ইঞ্জিনীয়ার এবং সেতু কর্ত্তনের হেতুভূত কর্ণেল [illegible] সাহেবের সহিত অনেক বাদানুবাদ করিয়া অবশেষে [illegible] সেতু [illegible] আদেশ বাহির করেন। তদনুসারে বর্দ্ধমানস্থ ইঞ্জিনীয়ার শ্রীযুক্ত [illegible] সাহেব কিঞ্চিৎ [illegible] টাকার টাক। ব্যয়ের এষ্টিমেট করিয়া [illegible] সব-ইঞ্জিনীয়ার বাবু কেদারনাথ সেন [illegible] ওবরসীয়ার [illegible]চন্দ্র চট্টোপাধ্যায়ের উপর সেতু নির্ম্মাণের ভারার্পণ করেন এবং [illegible] বাবুকে সর্ব্বক্ষণ [illegible] উপস্থিত থাকিতে এবং [illegible] বাবুকে মধ্যে মধ্যে [illegible] [illegible] আদেশ করেন। তাহাই [illegible] শ্রীকৃষ্ণপুরে উপস্থিত হইয়া [illegible] করিলে সকলেই [illegible] [illegible]। এদিকে কুলী লোক [illegible] হইয়া কাহার বাঁশ কাহার গাছ কাহার [illegible] কাটিতে প্রবৃত্ত হইল এবং [illegible] উৎপাত আরম্ভ করিল। [illegible] সকলেই [illegible] অত্যাচার [illegible]। [illegible] সকল [illegible] ক্রমে [illegible] হইল। [illegible] বাবু নামে [illegible] কেদারনাথ (সবঞ্জিনী) তিনি [illegible] হইতে [illegible] পাঠাইয়াছিলেন, কুলী [illegible] মাথায় [illegible] কুলী লুটাইয়া। সে [illegible] করিলেন। উক্ত কতকগুলি [illegible] [illegible] আরম্ভ করি[ল]। কে কোথা কি করে, তাহার [illegible] পাওয়া গেল না। সকলেই আপন আপন [illegible] চেষ্টায় ফিরিতে লাগিল, কুলী [illegible] বুঝিয়া [illegible], বাঁধও [illegible] হয় না। [illegible] আর [illegible] না, অনেক কুলী [illegible] [illegible], অবশিষ্ট লোক [illegible] কার্য্য করিয়া [illegible] চেষ্টায় [illegible] থাকিল।

[illegible] বাবু [illegible] বাবু সর্ব্বক্ষণ কার্য্য ক্ষেত্রে উপস্থিত থাকা দূরে থাকুক, সপ্তাহে তাঁহার এক বার দেখা পাওয়া দুর্ল্লভ হইল। যদি [illegible] কদাচিৎ উপস্থিত হয়েন, কার্য্যের [illegible] কুলীদের আপত্তি [illegible] কার্য্য সকল না করিয়া কেবল [illegible]। [illegible] এখানে

[illegible] পুন্নিয়া [illegible] অতিশয় [illegible]। [illegible] তার [illegible] নদী পার হইয়া যাইতে [illegible] পাওয়া তাহা, যদ্যপি [illegible] উকি ঝুঁকি মারিয়াই পলায়ন করেন। কিন্তু [illegible] তাহার উপায় [illegible] নিখিল কর্ম্মচারিদিগের [illegible] কিছুই করেন না, কেবল মহকুমা মহাশয় [illegible] অতীব ভীত হইতে থাকিতে [illegible] প্রজাগণ [illegible] মহাশয়েরা তাঁহাকে ও মফস্বল অবস্থান [illegible] সতর্ক করেন যে এ দিকে কখন [illegible] প্রস্তুত হইবে না, তা না হইলে সর্ব্বনাশ উপ[illegible] হইবেক, কিন্তু কে তাহা শুনে [illegible] কর্ম্মে নিযুক্ত, বাজার তাঁহার অবশিষ্ট অ[illegible] বোধ হয় না যাই[illegible] কর্ম্মচারিগণ কি মত্ত। [illegible] নিশ্চিন্ত ভাবে রক্ষিত তাহা অভাবনীয়। [illegible] মানব [illegible] প্রাণ বা [illegible] কি [illegible] হইল না। কর্ম্মের গুরুত্ব জন্য উত্তেজনা [illegible] [illegible] করে না, [illegible] [illegible] [illegible] ভিতর ভিতর [illegible] রহিয়াছে, বাক্য বলিলেই সে অতীব নিন্দ[illegible]

দুঃখের বিষয় এই যে জমীদার মহাশয় [illegible] বাবুকে বিপদ আপদ [illegible] এক লিপি [illegible] যেন বাবুর [illegible] [illegible] তাহার কিছু [illegible] এ দিকে আস্তে আস্তে বর্ষা উপ[illegible]ইল। গত ২৪শে আষাঢ় [illegible] অবধি পর[illegible] [illegible] প্রহর পর্য্যন্ত অবিচ্ছেদে ধারা[illegible] হইল, ৩ই কৃষ্ণপক্ষের [illegible] জল [illegible] আরম্ভ হইয়া [illegible] প্রহরের পর [illegible] আমাতে একে[illegible] অসম্পূর্ণ নূতন সেতুখণ্ডকে ভগ্ন করি[illegible] জীবনবেগে গ্রামকে আক্রমণ করিল। আম[illegible] জলবেষ্টিত হইয়া [illegible] জীবন রক্ষার জন্য আকুল [illegible]। জগদীশ্বরের কৃপায় [illegible] দ্বারা [illegible] কষ্টে [illegible] আপনাদিগের প্রাণ [illegible] করিয়াছি কিন্তু [illegible] অধিকাংশ [illegible] হইয়াছে।

[illegible]! সব নাশ করিল। যদি [illegible] [illegible] [illegible] মর্ম্মান্তিক দুঃখে কর্ম্ম[illegible] সর্ব্বনাশ উপস্থিত করিল, [illegible] [illegible] হইল। [illegible] লোকের

[illegible] [illegible] বদেশর দৈখিয়া [illegible] [illegible] সম্বীন দেখিয়া আমার [illegible] দিয়া [illegible] [illegible]। যে সময় ও যে [illegible] জন্য [illegible] ছিল, সম্যক্ [illegible] অবশ্যই সময়ে সেতু নির্ম্মাণ হইয়া [illegible] লোকের জীবন রক্ষা হইত। [illegible] কি [illegible] মধ্যে উক্ত সেতু দুই সহস্র টাকার মৃত্তিকা নিক্ষেপ হইয়াছিল। (জানি না, বাবুরা কত টাকা খরচ লেখেন)।

সম্পাদক মহাশয়! এক্ষণে গ্রামের অবস্থা দেখিলে কেবল ডাক ছাড়িয়া কাঁদিতে ইচ্ছা করে। ভীষণ গর্জ্জন সহ বসাবাসি বিশাল কাল-[illegible] আবাসস্থলে প্রবেশ করিতেছে, সুখবাস পূর্ব্বক মনুষ্য পশুদের অধিকৃত আশ্রয়গৃহ গ্রাস করিতেছে। আবার বালু [illegible] শস্যাদি [illegible] পূর্ব্বক জীবিকাকেও ভস্মসাৎ করিয়া দিতেছে। তখন ও আবার [illegible] হইয়া আমরা যে কীদৃশ [illegible] জীবন যাপন করিতেছি, তাহা ভগবান জানেন, এ অপেক্ষা আমাদের জলমগ্ন হইয়া প্রাণবিনাশ হইলে ভাল হইত। বর্দ্ধমানেই এই, না জানি অপরাপর কি দুর্দ্দশা! [illegible] [illegible] দলের সাহায্যার্থে [illegible]দিগকে অনুরোধ করিতেছেন, আমরা [illegible] [illegible] অতএব যাহাতে এই দুঃখী [illegible] প্রতি গবর্ণমেণ্টের এবং দেশহিতৈষী মহাত্মাদিগের কৃপা কটাক্ষ হয় এমত উপায় বিধান করিবেন। হে ধর্ম্মমূর্ত্তি ব্রাহ্মণগণ! আপনারা কি আমাদের আর্ত্তনাদে কর্ণপাত করিবেন না? অতি দূরবর্ত্তী উত্তর পশ্চিমাঞ্চলে দুর্ভিক্ষ উপস্থিত হইলে আপনারা প্রাণপণে সাহায্য দান করিয়াছিলেন, আমরা আপনাদিগের ক্রোড়ে বসিয়া অন্ন বিনা মৃতপ্রায় হইতেছি আমাদিগের প্রতি কি দৃক্‌পাত করিবেন না? হে [illegible] সভার সভাসদগণ! আপনারা দামোদরের পশ্চিম পার্শ্বের দুর্গতি অবগত হইয়াছেন, এ বিষয় গবর্ণমেণ্টের [illegible] করিয়া প্রতিবিধানের চেষ্টা করিতে আর কত দিন উদাসীন থাকিবেন? রোগী মরিলে আর ঔষধে কি ফল হইবে? পরিশেষে, হে সম্পাদক মহোদয়গণ! আপনাদিগকেও সবিনয়ে জানাইতেছি আপনারা অনুকূল হইয়া অভাগা[illegible] লেখনী সঞ্চালন করুন তবে অবশ্যই আমরা দুঃখ দুঃখ সাগর হইতে নিস্তার পাই। বর্দ্ধমান ১২৭৯ আষাঢ়।

[illegible]
[illegible] [illegible]

বালীকুল কৃষ্ণমণ্ডলের [illegible] ইংরাজী বিদ্যালয়।

গত ১৬ই জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষের [illegible] [illegible] সংস্কৃত ইংরাজী বিদ্যালয়ের সাংবৎসরিক পারিতোষিকী [illegible] সম্পন্ন হইয়াছে। [illegible] রামগোবিন্দ [illegible] সভাপতির আসন গ্রহণ করিলে [illegible] শ্রীযুক্ত প্রসন্নকুমার সর্ব্বাধিকারী [illegible] [illegible] পাঠ করেন। সভাস্থলে প্রায় [illegible] ভদ্র লোক উপস্থিত ছিলেন।

পরমেশ্বরপ্রসাদে, সভাপতি [illegible] ও সভ্য[illegible] মহাশয়গণ! আমাদের এই [illegible] কৃষ্ণ[illegible] ইংরেজী সংস্কৃত বিদ্যালয়ে [illegible] পারিতো[illegible] দিন [illegible] উপস্থিত আপনাদের সমাগম দ্বারা সেই পারিতোষিকী [illegible] [illegible] পূর্ণ হইবে, [illegible] নূতন বিদ্যা [illegible] পাঠার্থী দলের প্রথম প্রবেশ সেইরূপ চরিতার্থতা লাভ করিবে। পৃথিবীর সর্ব্বত্রেই [illegible], বিদ্যালয় প্রভৃতির [illegible] [illegible] প্রতিষ্ঠা করিবার [illegible] [illegible] আছে। এই সকল সাধু সমাগম অপেক্ষা, [illegible] এই বিদ্যালয়ের পক্ষে অধিক আহ্লাদের আর কি [illegible] হইতে পারে।

যদিও আপনাদের অনেকে আর [illegible] অবগত আছেন, তথাপি, [illegible] [illegible] বিদ্যা মন্দিরে পাঠার্থীদিগের প্রথম [illegible] আপনাদের নিকটে [illegible] [illegible] তদুর্থে, আমার [illegible] এই চারি বৎসর কাল পাঠশালার [illegible] আমার পিতৃব্যদের শ্রীযুক্ত [illegible] [illegible] [illegible] বাটিতে [illegible] প্রকাশ্য রূপে পিতার নিকট [illegible] আমাদের [illegible] প্রতিষ্ঠিত [illegible] [illegible] [illegible] পূর্ব্বক [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] করিয়াছিলেন, এ বিষয়ে এই উপলক্ষে তাঁহার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিয়া কৃতার্থতা লাভ করিলাম। বিদ্যার্থীদিগের যে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] অধিক পরিশ্রম ও অধিকাধিক অধ্য[illegible] সম্পাদিত হইয়াছে।

বিদ্যামন্দিরে [illegible] প্রবেশ করিয়া [illegible] [illegible] [illegible], তাহার সঙ্গে

...মার একটী মহৎ লোকেরও আবির্ভাব হইতে- ছে। সেই মতিমান্ বিদ্যাবান্ অমায়িক, স- দাশয় [illegible] পুরুষ, যিনি প্রথমে এই পাঠশা- লার শিক্ষকতা কার্য্য গ্রহণ করিয়া ইহাকে অ- লঙ্কৃত করিয়াছিলেন, যিনি ছাত্রবর্গকে অসাধা- রণ বুদ্ধিমত্তার [illegible] উপদেশ দিতেন, যাঁহার গুণে গ্রামস্থ [illegible] লোকেই বশীভূত হইয়াছিল, যদি এই পাঠগৃহের পঠদ্দশাপন্ন প্রথম ছা- ত্রটী [illegible] ভিন্ন গ্রামে ভ্রমণ করিতে আইসেন, তিনি অদ্য জীবিত নাই এ সমুদয় সন্দর্শন করি- তে পারিলেন না, ইহা [illegible] আক্ষেপের বিষয়! [illegible] চন্দ্র গুপ্তের নাম স্মরণ হইলে তাঁহার [illegible] পরিচিত কোন্ ব্যক্তির হৃদয় না বিদীর্ণ হয়। যে বাঙ্গালা পাঠশালার অপভ্রংশস্বরূপ আ- মাদের এই ইংরেজী সংস্কৃত বিদ্যালয়, তাহার সংস্থাপনবিষয়ে যিনি বিশিষ্টরূপ যত্নবান ছি- লেন, [illegible] তাহাকে প্রথমে অঙ্কুর দেখিয়া যিনি [illegible] থাকিতেন, তাঁহাকে পরিবর্দ্ধিত [illegible] মানসে যিনি অনেকের দ্বারস্থ হইয়া [illegible] হইয়াছিলেন, তাঁহার অবস্থান গৃহের [illegible] দেখিয়া যিনি আপনাদের স্বগৃহের বহির্বাটীর অধিকাংশ যাহাতে [illegible] ইংরেজী স্কুল সংস্থাপিত ছিল—প্রায় চারি বৎসর কাল আপনাদের অনেক অসুবিধা হইলেও, যাঁহার [illegible] নিমিত্ত নিয়োজিত করিয়া রাখি- য়াছিলেন, সেই দেশহিতৈষী পুণ্যাত্মা বৈকুণ্ঠ- নাথ সর্ব্বাধিকারী জীবিত থাকিয়া এই সকল সন্দর্শন করিলে তাঁহার কি সামান্য আহ্লাদ হ- ইত? তাঁহাকে আহ্লাদিত দেখিলে আমার কি অদ্য সামান্য আহ্লাদ জন্মিত। অথবা এরূ- প আক্ষেপ করিবারই আবশ্যকতা কি? এই পাপ পূর্ণ ধরাতলে সুখ ও শোক অত্যাশ্চর্য্যরূ- পে বিমিশ্রিত হইয়া মনুষ্যসমাজেরই অনেক আ- ক্ষয় করিয়া রাখিয়াছে। নিরবচ্ছিন্ন সুখ উপভোগ করিবার এই ভূমণ্ডলে কাহারই অধিকার নাই।

পাঠগৃহ নির্ম্মাণ করিতে কত ব্যয় হইল এখ- নও তাহার হিসাব হয় নাই। সমুদয় শেষ হই- লে আপনাদের নিকট [illegible] নিবেদন করিব।

পাঠগৃহ সংক্রান্ত যাহা বক্তব্য আপনাদের নিকট তাহা একপ্রকার নিবেদন করিলাম। এক্ষণে শিক্ষক মহাশয়দিগের কথা নিবেদন ক- রিব। আপনারা ছাত্রদিগের উৎসাহবর্দ্ধনার্থ গত বৎসর এইরূপে সমবেত হইবার প্রায় দেড় মাস পরে শ্রীযুক্ত বাবু শ্যামাচরণ গঙ্গোপাধ্যায় বি, এ, প্রধান শিক্ষকের পদ গ্রহণ করেন। যতদিন পর্য্যন্ত শ্যামাচরণ বাবু আগমন না ক- রিয়াছিলেন, ততদিন শ্রীযুক্ত আনন্দকুমার স- র্ব্বাধিকারী অতিশয় যত্ন সহকারে প্রধান শিক্ষ- কের কার্য্য নির্ব্বাহ করিয়াছিলেন। শ্যামাচরণ বাবু শ্রাবণ মাস অবধি পৌষ মাস পর্য্যন্ত প্রধা- ন শিক্ষকতা কার্য্যে নিযুক্ত ছিলেন, [illegible] মাসে বিদ্যাশিক্ষার কার্য্যের গবর্ণমেণ্টের সর্ব্ব প্রধান কর্ম্মকর্ত্তা শ্রীযুক্ত আটকিন্সন সাহেব তাঁহাকে মালদহের গবর্ণমেণ্ট স্কুলের প্রধান শিক্ষকের প- দে নিযুক্ত করাতে আমাদের এখানকার পদ তাঁ- হাকে অগত্যা পরিত্যাগ করিতে হইল। তিনি এখানে থাকিতে থাকিতে অন্য দুই বিদ্যাল- য়ের কর্ত্তৃপক্ষীয়েরা ইঁহার পূর্ব্বে অধিবেশন সমা- দরের সহিত তাঁহাদিগের স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কর্ম্ম গ্রহণ করিতে অনুরোধ করেন, কিন্তু তিনি আমাদের এখানকার মায়া পরিত্যাগ ক- রিতে অসমর্থ হইয়া তাঁহাদের ওখানে কর্ম্ম গ্র- হণ করিতে অস্বীকার করেন। পরিশেষে, ডি- রেক্টরের অভ্যর্থনায় অমান্য [illegible] বি- ধেয় নয় এই বিবেচনা করিয়া, এবং পূর্ব্বোক্ত অঙ্গীকার পাশে বদ্ধ হইয়া তিনি মালদহের কর্ম্ম স্বীকার করিয়াছেন। তিনি যেরূপ বুদ্ধি- মান্, বিদ্যাবান্, সুশীল, সচ্চরিত্র ও শিক্ষাকা- র্য্যে পটু, তাহাতে আমাদের এখানকার ছাত্রগণ যে তাঁহার প্রতি বিশিষ্টরূপ অনুরক্ত ছিল এবং অন্য সকলেই যে তাঁহাকে ভাল বাসিত ও ভক্তি করিত, একথা উল্লেখ করা বাহুল্য মাত্র। তিনি যখন যে স্থানে যাইবেন সেই স্থানেই সমাদৃত হইবেন ইহাতে আর আশ্চর্য্য কি? শ্যামাচরণ বাবুরও এখান- কার প্রতি ও এখানকার ইংরেজী স্কুলের প্রতি এরূপ মমতা জন্মিয়াছিল যে তিনি গমন কালে অত্যন্ত অশ্রুবিন্দু বিসর্জ্জন করত, স্বয়ং দুঃখিত হইয়া গিয়াছেন এবং বন্ধুবর্গকেও দুঃখিত করিয়া গিয়াছেন। শ্যামাচরণ বাবুর গমনের পর কয়েক দিবস শ্রীযুক্ত বাবু ললিতমোহন চট্টোপাধ্যায় বিশিষ্ট আগ্রহের সহিত বিনা বেতনে প্রধান শিক্ষকের কর্ম্ম নি- র্ব্বাহ করিয়াছিলেন। তাঁহার নিকট, শ্যামাচরণ বাবুর নিকট, এবং আনন্দকুমারের নিকট সাদ- রে প্রকাশ্যরূপে কৃতজ্ঞতা প্রকাশ করিয়া যার পর নাই আহ্লাদিত হইতেছি। ললিতমোহন বাবু কয়েক দিন কর্ম্ম করিলে পরেই শ্রীযুক্ত বাবু কৃষ্ণকমল ভট্টাচার্য্য বি এ প্রধান শিক্ষ- কের পদ গ্রহণ করিয়া আমাদের এই বিদ্যালয়ের যৎপরোনাস্তি উপকার করিয়াছেন। তিনি সং- স্কৃত ও ইংরেজী শাস্ত্রে যেরূপ সুপণ্ডিত শিক্ষা- কার্য্যে যেরূপ অভিজ্ঞ ও পটু আমাদের এই বিদ্যালয়ের প্রতি তাঁহার যে রূপ স্নেহদৃষ্টি, এখানকার ছাত্রেরা তাঁহার প্রতি যেরূপ অনুরক্ত [illegible] যেরূপ শান্তস্বভাব ও সদাশয় তাহাতে [illegible] বিবেচনা করিলে আমাদের এই পা- ঠশালার পক্ষে তাঁহার মত অন্য শিক্ষক অতি বিরল বলিলেই বলিতে হইবে। কিন্তু সুখ কি চিরস্থায়ী হয়? আমাদের এই বিদ্যালয়ের সৌ- ভাগ্য কি চিরকালই অব্যাহত থাকিবে? কৃষ্ণ- কমল বাবু আর এখানে থাকিতে পারিবেন না, আগামি ২০এ জ্যৈষ্ঠ অবধি তাঁহাকে কলিকা- তায় অবস্থিতি করিতে হইবে। শিক্ষাকার্য্যের গবর্ণমেণ্টের সর্ব্বপ্রধান কর্ম্মকর্ত্তা সাহেবের অভ্যর্থনায় তাঁহাকে প্রেসিডেন্সি কালেজের অন্যতম সহকারী অধ্যাপকের পদ গ্রহণ করিতে হইয়াছে। তাঁহার এখানকার কর্ম্ম পরিত্যাগ করিতে তত ইচ্ছা ছিল না আমি সবিশেষ অনু- রোধ করিয়া ও পরামর্শ দিয়া তাঁহাকে ঐ কর্ম্মটী স্বীকার করাইলাম। বুঝিতেছি যে এরূপ করিয়া আমাদের এই বিদ্যালয়ের বিলক্ষণ অনিষ্ট করি- লাম। কিন্তু বলিলে কি হয়, এখানে মাসে ৮০ আশী টাকা মাত্র বেতন, নূতন কর্ম্মটীর মাসিক বেতন ২০০ দুই শত টাকা। কৃষ্ণকমল বাবুকে ঐ কর্ম্মটী গ্রহণ করিতে প্রবর্ত্তনা না দিলে বন্ধুর মত কা- র্য্য না হইয়া নিতান্ত স্বার্থপর ব্যক্তির মত কার্য্য করা হইত। এক্ষণে ভরসা করি যে তিনি সচ্ছ- ন্দ শরীরে ও প্রসন্ন মনে নূতন কর্ম্মটী করিতে থাকুন এবং ক্রমশঃ তাঁহার পদ বৃদ্ধি হইতে থাকুক। এক জন উপযুক্ত প্রধান শিক্ষকের চেষ্টা করিতেছি বোধ হয় পাইতে অধিক [illegible] হইবে না। আমাদের সৌভাগ্য ক্রমে দ্বিতীয় শিক্ষক শ্রীযুক্ত বাবু উমেশচন্দ্র গুপ্ত স্থায়ী হইয়া আছেন। তিনি এবং তৃতীয় শিক্ষক শ্রীযুক্ত বা- বু চন্দ্রকুমার মিত্র বুদ্ধিমত্তা, আগ্রহ ও যত্ন সহকারে অধ্যাপনা কার্য্য সম্পাদন করিতেছেন তাঁহাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিবার সু- যোগ পাইয়া আমাকে আনন্দিত করিতেছে। শ্রীযুক্ত গিরীশচন্দ্র তর্কবাগীশ চতুর্থ শিক্ষকের পদে এবং শ্রীযুক্ত মহেশচন্দ্র ঘোষাল কিছু দিনের নিমিত্ত পঞ্চম শিক্ষকের পদে নিযুক্ত হইয়াছেন তাঁহাদিগকে যেরূপ কর্ম্মক্ষম ও কর্ম্মপরায়ণ দেখি- য়া আমার সংস্কার আছে তাহাতে বোধ হই- তেছে যে তাঁহারা এ স্কুলের উত্তম শিক্ষক হই- তে পারিবেন।

শিক্ষক মহাশয়দিগের কথা আপনাদিগের নিকট এক প্রকার নিবেদন করা হইল। এক্ষ-

স্কুলের আয় ব্যয়ের [illegible] গত বৎসর মাসে মাসে ১৩৫ [illegible] টাকা [illegible] বিয়া নিত্য ব্যয়ে আসিয়াছে। এ [illegible] কিছু বৈ অধিক ব্যয় আছে। মাসিক ব্যয়ের পরিমাণ গড়ে মাসে ১৫০ টাকার ন্যূন হবে। এই এক শত চল্লিশ টাকার মধ্যে এক্ষণে নিম্নোক্ত প্রকারে আয় ন্যূনাধিক টাকা আদায় হয়।

ছাত্রগণের মাহিনা		৪৫
শ্রীযুক্তবাবু রমাপ্রসাদ রায়	মাসিক	১০
শ্রীযুক্তবাবু কালীকুমার দে		১
শ্রীযুক্তবাবু বিনোদবিহারী চট্টোপাধ্যায়		১
শ্রীযুক্তবাবু জগচ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়		১
শ্রীযুক্তবাবু মাধবচন্দ্র তর্কসিদ্ধান্ত		১
শ্রীযুক্তবাবু প্রসন্নকুমার পাল		১
শ্রীযুক্ত কুমার সত্যানন্দ ঘোষাল		
মাসিক		২৫৷০২/৪
শ্রীযুক্তবাবু নীলকমল বন্দ্যোপাধ্যায়		
		৬৷৷
শ্রীযুক্তবাবু রাজকৃষ্ণ হালদার		
শ্রীযুক্তবাবু রামাক্ষয় চট্টোপাধ্যায়		১২৷০১
শ্রীযুক্তবাবু রামকুমার হালদার		

অবশিষ্ট ৫৷ পাঁচ টাকা [illegible] টাকার মাসিক অপ্রতুল আছে। [illegible] অবধি আর এক ক্লাস বাড়িবে এবং মাসিক ব্যয়ের ২৫ পঁচিশ টাকা বৃদ্ধি হইবেক। বালকদিগের মাহিনা হইতে [illegible] টাকা নূতন আদায় হইতে পারে। [illegible] হইলেও আর ১৪৷১৫ টাকার নূতন অপ্রতুল হইবে। সম্প্রতি শ্রীযুক্তবাবু [illegible] বার্ষিক ১০ টাকা দানের এবং রাধানগর নিবাসী শ্রীযুক্ত বাবু গোপালচন্দ্র মিত্র মাসিক ১ এক টাকা দানের অঙ্গীকার করিয়াছেন।

[illegible] ব্যয়ের কথা যখন নির্দ্দেশ করিতেছি তখন আমরা কৃতজ্ঞতার সহিত ইহাও নিবেদন করা কর্ত্তব্য যে পারিতোষিক দানের নিমিত্ত পুস্তকাদি ক্রয় করাতে যে ২০০ টাকা লাগিয়াছে তাহার মধ্যে শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২৫০০ টাকা এবং শ্রীযুক্ত শ্রীনাথ দাস ১০ টাকা দিয়াছেন, আর শ্রীযুক্তবাবু রমাপ্রসাদ রায় ২৫ [illegible] কেদারনাথ মিত্র ২০ শ্রীযুক্তবাবু কাশীনাথ মিত্র ১৫ দানের অঙ্গীকার করিয়াছেন অবশিষ্ট ১০০ টাকা [illegible] ঋণ। এই সঙ্গে আমার ইহাও অপরাপর [illegible] অবগত করা কর্ত্তব্য যে শ্রীযুক্ত বাবু [illegible] এক কালীন ১০ দশ টাকা দানের অঙ্গীকার করিয়াছেন এবং শ্রীযুক্তবাবু কৃষ্ণকমল ভট্টাচার্য্য শ্রীযুক্ত মহোদয় কৃত বেকন রচিত [illegible] অন্তরায় ১ খণ্ড এবং [illegible] ১ খণ্ড বিদ্যালয়কে দান করিয়াছেন।

আপনাদের অনুমতি হইলে এক্ষণে বালকদিগের পাঠের বিষয় নিবেদন করিব। প্রথম শ্রেণীর ছাত্রেরা গত বৎসর সংস্কৃত শকুন্তলা, বীরচরিত এবং বিক্রমোর্ব্বশী পাঠ করিয়াছেন। বাঙ্গালা কেবল এবং ইংরাজীতে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ পরীক্ষার পুস্তক সকল অধ্যয়ন করিতেছেন। সমুদায়ে তাঁহাদের এই যে চারি বৎসর অধ্যয়ন হইতেছে। এই সময়ের মধ্যে তাঁহাদের ঋজুপাঠ [illegible], রঘুবংশ, কুমার সম্ভব কিরাতার্জ্জুনীয়, শিশুপালবধ, মেঘদূত, শকুন্তলা, বীরচরিত, বিক্রমোর্ব্বশী ও [illegible] অধ্যয়ন হইয়াছে। [illegible] সপ্তম অধ্যায়ও অধ্যয়ন হইয়াছে। [illegible] ব্যাকরণ পাঠ ও পুনঃ পুনঃ [illegible] নিয়াছে। বাঙ্গালা ও ভূগোল, পাটীগণিত ও বীজগণিত [illegible] হইয়াছে। এবং মধ্যে মধ্যে কোন কোন বাঙ্গালা [illegible] অধীত হইয়াছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রেরা ক্রমান্বয়ে তিন, দুই ও এক বৎসর পড়িতেছেন এবং [illegible] অধ্যয়ন করিয়াছে।

[illegible] বালকদিগের পরীক্ষা [illegible] শ্রীযুক্ত বাবু কৃষ্ণকমল ভট্টাচার্য্য এবং আমি আমরা উভয়ে সম্পন্ন করিয়াছি। অনেকেই উত্তম পরীক্ষা দান করিয়াছেন। [illegible] সকলেই প্রশংসার যোগ্য। তন্মধ্যে প্রথম শ্রেণীর বৈকুণ্ঠনাথ গোস্বামী প্রিয়নাথ গোস্বামী ও যদুনাথ মুখোপাধ্যায়, দ্বিতীয় শ্রেণীর হরিনাথ বসু [illegible] গড়াই, রামমথ ঘোষ, [illegible] বন্দ্যোপাধ্যায়, তৃতীয় শ্রেণীর [illegible] বটব্যাল ও [illegible] চতুর্থ শ্রেণীর [illegible] ঘোষ ও [illegible] রায় ইহাদের বিশিষ্টরূপ প্রশংসা করিতে হয়। প্রথম শ্রেণীর বৈকুণ্ঠনাথ গোস্বামী ও দ্বিতীয় শ্রেণীর [illegible] বন্দ্যোপাধ্যায় সংস্কৃত পরীক্ষায় এবং প্রথম শ্রেণীর [illegible] গোস্বামী ইংরেজী পরীক্ষায় বিলক্ষণ [illegible] প্রদর্শন এবং আমাদের [illegible] করিয়াছেন। নিম্ন নির্দ্দিষ্ট ছাত্রেরা পারিতোষিকের উপযুক্ত বলিয়া স্থির হইয়াছে।

প্রথম শ্রেণী।

বৈকুণ্ঠনাথ গোস্বামী
প্রিয়নাথ গোস্বামী
যদুনাথ মুখোপাধ্যায়
প্রিয়নাথ বসু
ঈশানচন্দ্র চক্রবর্ত্তী
আশুতোষ মুখোপাধ্যায়
হেমচন্দ্র পণ্ডিত

দ্বিতীয় শ্রেণী।

হরিনাথ বসু
বেহারিলাল গড়াই
রামমথ ঘোষ
বামাপদ বন্দ্যোপাধ্যায়
প্যারীলাল রায়
রমেশচন্দ্র মুখোপাধ্যায়
শ্রীনিবাস বসু
ভূপতি সর্ব্বাধিকারী
নগেন্দ্রকুমার সর্ব্বাধিকারী
অনন্তকুমার সর্ব্বাধিকারী

তৃতীয় শ্রেণী

যোগেশচন্দ্র মিত্র
শ্রীরাম বটব্যাল
দেবেন্দ্রনাথ রায়
প্রমথনাথ মুখোপাধ্যায়
যোগেন্দ্রনাথ রায়
যদুনাথ ভট্টাচার্য্য
উপেন্দ্রকুমার সর্ব্বাধিকারী
রমানাথ বন্দ্যোপাধ্যায়
[illegible] মিত্র
উমেশচন্দ্র মিত্র
প্রিয়নাথ ঘোষ

চতুর্থ শ্রেণী

মতিলাল দত্ত
[illegible] ঘোষ
হরিনারায়ণ রায়
প্রসন্নকুমার দত্ত
দীননাথ বাজিয়াল
রামপ্রসন্ন চট্টোপাধ্যায়
রমানাথ বন্দ্যোপাধ্যায়
প্রসন্নকুমার গোস্বামী
বেহারিলাল মুখোপাধ্যায়
প্রমথনাথ রায়
বেহারিলাল সিংহ

আপনাদের স্মরণ থাকিতে পারে যে গত বৎসর বৈশাখ অবধি আমাদের এখানকার [illegible] বিজন ছাত্র বাঙ্গালা ছাত্রবৃত্তির পরীক্ষায় [illegible] হইয়া গবর্ণমেণ্ট হইতে পারিতোষিক স্বরূপ মাসে মাসে চারি টাকা করিয়া বৃত্তি পাইতে আরম্ভ করিয়াছিলেন। তন্মধ্যে বৈকুণ্ঠনাথ গোস্বামী [illegible] যদুনাথ মুখোপাধ্যায় [illegible] ইঁহাদের দুই জন [illegible]

চারি বৎসরের নিমিত্ত এবং প্রিয়নাথ গোস্বামী ও ঈশানচন্দ্র চক্রবর্ত্তী ইঁহাদের দুই জনের বৃত্তি এক বৎসরের নিমিত্ত নিরূপিত হয়। তদনুসারে গত ১১ বৈশাখ অবধি কেবল রঘুনাথ মুখোপাধ্যায় ও বৈকুণ্ঠনাথ গোস্বামী ইঁহারাই ছাত্র বৃত্তি পাইবেন।

দক্ষিণ পশ্চিম বিভাগের বিদ্যালয় সমূহের তত্ত্বাবধারক শ্রীযুক্ত হেনরি উড্রো মহোদয় আমাদের এই বিদ্যালয়ের ছাত্রদিগের উৎসাহ বর্দ্ধনার্থ এই বিদ্যালয়ের অন্যতম ছাত্র শ্রীপতি সর্ব্বাধিকারীকে মেডিকেল কালেজের বাঙ্গালা ক্লাসে মাসিক ৫ পাঁচ টাকা করিয়া ছাত্র বৃত্তি দিবার অনুমতি করিয়াছেন

আপনাদের নিকট বিদ্যালয় সংক্রান্ত প্রায় সমুদয় কথা নিবেদন করিয়াছি, আর একটী নিবেদন করিলেই হয়। আপনাদের অনেকের স্মরণ থাকিতে পারে যে বাল্য বিবাহকে অতি অনিষ্টকর প্রথা বিবেচনা করিয়া এখানকার ইংরাজি সংস্কৃত বিদ্যালয়ে এই এক নিয়ম স্থিরিত হয় যে এখানে অধ্যয়ন করিতে করিতে যাহার বিবাহ হইবে, তাহার নাম কর্ত্তন করা যাইবেক। সেই রূপে যাহার নাম কাটা যাইবেক, দশ টাকা জরিমানা না দিলে তাহাকে আর পুনর্ব্বার ভর্ত্তি করা যাইবেক না। দেখিতেছি অনেকে এই নিয়ম বশতঃ স্বীয় পুত্রের বিবাহ দেন নাই। ইহা অত্যন্ত আহ্লাদের বিষয়। কিন্তু চারিটী স্থলে ইহার ব্যতিক্রম ঘটিয়াছে। সেরূপ হওয়াতে দুঃখিত হইয়াছি। প্রকৃত রূপে পুত্রের [illegible] মঙ্গল হয় আমরা কি তাহা এখনও [illegible]? আমরা কি একবারও চক্ষু উন্মীলন করিয়া দেখিব না? বাল্যবিবাহ হইতে বাঙ্গালা দেশের কত শত অনিষ্ট হইতেছে। আমরা কি ভিন্ন দেশীয় লোকদিগের নিকট চিরকাল এই [illegible] কারণের সহিত উপহাসাস্পদ থাকিব। [illegible] অনতিবিলম্বে সকলেই বাল্য বিবাহের উপর কোন রূপ দৃষ্টিতে [illegible] করিয়া [illegible] একবারে [illegible] চারি জন ছাত্রের বিবাহ হওয়াতে [illegible] হইয়াছি [illegible] তাহারা পুনর্ব্বার বিদ্যালয়ে [illegible] হউক, [illegible] নিশ্চিত হইয়াছি।

ছাত্রগণ তোমাদের নিকট আমার [illegible] কিছুই বক্তব্য নাই। তোমরা যেমন [illegible] সুশীলতা সহকারে বিদ্যাভ্যাস করিতেছ, সেইরূপ [illegible] করিতে থাক এবং সুখনবিখ্যাত নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও রামমোহনরায়ের জন্মভূমি খানাকুল কৃষ্ণনগর সমাজের মুখ পুনর্ব্বার উজ্জ্বল কর এবং আপনাদিগকে মনুষ্য মধ্যে গণনীয় কর। বিদ্যামন্দিরের প্রথম সোপানে এই [illegible] এখনও উচ্চতর প্রদেশে আরোহণ করিয়া কৃতার্থ হইবার অনেক বিলম্ব আছে যেন সর্ব্বদা এই কথাটী তোমাদের মনে জাগরূক থাকে। ভাল লিখিতেছ বলিয়া এসকল মহাশয়েরা ও অন্যান্য ব্যক্তিরা প্রশংসা করিলে যেন শিথিলপ্রযত্ন হইয়া আপনার প্রকৃত স্বার্থ বিস্মৃত হইও না। তোমাদের [illegible] অল্প প্রশংসার বিষয় নহে যে তিনি তোমাদের অধ্যাপন কার্য্য নির্ব্বাহ করিয়াছেন তিনিই তোমাদের আবেশ [illegible] ভুরসী প্রশংসা করিয়াছেন এবং তোমাদের সচ্চরিত্রে সন্তুষ্ট হইয়াছেন। তোমাদের ইহা অল্প গৌরবের বিষয় নহে যে এপর্য্যন্ত তোমাদের যিনি যিনি শিক্ষক হইয়াছেন তিনি অতি উপযুক্ত সাধুশীল ও সচ্চরিত্র

প্রথম শ্রেণীর ছাত্রগণ তোমাদের নিকট আমার এখন এই মাত্র বক্তব্য, দেখিও যেন আগামি অগ্রহায়ণ মাসে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় [illegible] হইও না এবং আমার সমুদয় আশাকে ভস্ম রাশি মধ্যে স্থাপিত করিও না। অনাদরে তোমাদিগকে অন্বেষণ করিতে হইবে না। তোমাদের প্রধান শিক্ষক [illegible] কৃষ্ণকমল [illegible] আদর্শ করিয়া রমণীয় বিদ্যাভূমির প্রবেশ পথ [illegible] পথিক হও। জ্ঞানবান হইলেই সকলে তোমাদের আত্মীয়বর্গের এবং অন্য সকলের মঙ্গলাকাঙ্ক্ষী হইবে।

সভাপতি মহাশয় ও সমবেত মহাশয়গণ। আপনাদের নিকট এই প্রার্থনা যে আপনারা এই পাঠশালার উপর স্নেহ রাখিবেন, তাহা হইলেই ইহা পরম কারুণিক সর্ব্বশক্তিমানের প্রসাদে শ্রীমতী হইতে থাকিবে।

রিপোর্ট পাঠ সমাপ্ত হইলে পর বিদ্যালয়ের প্রথম শিক্ষক শ্রীযুক্ত কৃষ্ণকমল ভট্টাচার্য্য বি, এ, সভাপতি প্রভৃতির অভ্যর্থনানুসারে পরীক্ষার সময় যে সকল প্রশ্ন প্রদত্ত হইয়াছিল তন্মধ্যে কতকগুলি কয়েক জন ছাত্রকে জিজ্ঞাসা করিলেন ও তাহারা স্ব স্ব লিখিত উত্তর পত্রিকা হইতে পাঠ করিল। পরিশেষে কৃষ্ণকমল বাবু ছাত্রদিগকে কতকগুলি সদুপদেশ দিলেন, সভাপতি মহাশয় এবং অন্য অন্য বৃদ্ধেরা প্রসন্নবাবুকে আশীর্ব্বাদ করিতে লাগিলেন, ছাত্রেরা পারিতোষিক পুস্তক প্রাপ্ত হইলে পরে সভা ভঙ্গ হইল।

বিবিধ সংবাদ।

১১ই আষাঢ় সোমবার।

দলীউ মালক আর এক ব্যক্তি চা—কোম্পানির সাধারণ সম্পত্তি অপহরণ করাতে [illegible] কোম্পানি তাহাকে কর্ম্ম হইতে বহিষ্কৃত করিয়াছেন। রাজ্যের যত চোর ও অসৎ লোক [illegible] কি চা কোম্পানির দলে প্রবিষ্ট হইয়াছে[illegible]

গত বৎসর বঙ্গদেশে সর্ব্বশুদ্ধ ৪১১২ [illegible] লোক গো বীজে টিকা দেওয়া হয়, ইহার মধ্যে ৩৪৭১ জনের টিকার ফল দর্শিয়াছে। এক[illegible] ১২ জন টিকাদার আছেন।

আমরা শুনিয়া সবিশেষ দুঃখিত হইলাম [illegible] রমাপ্রসাদবাবুর পীড়ার উপশম না হইয়া আরো বৃদ্ধি হইয়াছে তিনি এক্ষণে চৌরঙ্গিতে অবস্থিতি করিতেছেন। তাঁহার প্রধান [illegible] জজ বিচারালয়ে নিয়োগের সময় আসিয়াছে [illegible] হবে বিষয়ে সন্দেহ নাই।

কিরফিন্স পূর্ব্বে প্রধান সেনাপতি [illegible] জ্ঞা করিয়াছিলেন, ওলাউঠা হইলে সে স্থান হইতে সেনাদিগকে অন্যস্থানে প্রেরণ করা [illegible] হইবে। কিন্তু সম্প্রতি আদেশ হইয়াছে [illegible] স্থাপান প্রভৃতি যুদ্ধক সৈনিকদিগের উপরে [illegible] আজ্ঞা বর্ত্তিবে না।

ইণ্ডিয়ান সম্পাদক বলেন, মান্দ্রাজ[illegible] কয়েক ব্যক্তি একত্রিত হইয়া কার্পাস উৎপাদন করিবার সঙ্কল্প করিয়াছেন; তন্নিমিত্ত রেভিনিউ বোর্ডের নিকটে একটী চর প্রার্থনা [illegible] হয়, কিন্তু সে প্রার্থনা এপর্য্যন্ত গ্রাহ্য হয় নাই [illegible] মান্দ্রাজে একটি ব্যাঙ্ক হইতেছে।

অযোধ্যা গেজেট সম্পাদক বলেন, [illegible] হসার (অশ্বারোহী) সেনাদলের প্রায় ১২[illegible] সৈন্য এক বৎসরের মধ্যে দল ত্যাগ করিয়া পলায়ন করিয়াছে। সম্প্রতি এক জন সৈনিক পুরুষ কানপুরের দিগে পলায়ন করিতেছিল এমত সময়ে এক জন সাক্ষী তাহাকে ধৃত করে। সে একটি বোঁচকা খুলিবার অনুমতি [illegible] ইয়া হঠাৎ এক পিস্তল বাহির করিয়া [illegible] কে বধ করিয়া পলাইবার চেষ্টা পায়, কিন্তু [illegible] ক জন আফিসর তাহাকে ধৃত করেন। সে [illegible] দলে কি জন্য এত বিশৃঙ্খলা ঘটিতেছে

লাহোর ক্রনিকেল সম্পাদক বলেন আ- মীর দোস্ত মহম্মদ খাঁ কান্দাহারের পথে উপস্থিত হইয়াছেন। হিরাটের সেনারা কয়েকটী দুর্গ পরিত্যাগ করিয়া পলায়ন করিয়াছে। সুলতান জান একণে নিজ রাজ্য রক্ষার্থ ব্যস্ত হইয়াছেন। দোস্ত মহম্মদের ৮৪ বৎসর বয়ক্রম হইয়াছে, তথাপি তাঁহার বল ও উৎসাহের হ্রাস হয় নাই। একণে এই প্রশ্ন উত্থিত হইতে পারে হিরাট পারস্যাধিকারির কর্তৃপ্রদ প্রদেশ। দোস্ত মহম্মদ তাহা আক্রমণ করিলে নসিরুদ্দিন তাঁহার সহিত যুদ্ধ করিবেন কি না?

পঞ্জাব গবর্ণমেণ্ট পাবত্তীয় কাণ্টনমেণ্ট পিন্দির। মাজিষ্ট্রেটকে এক এক মাসের মধ্যে ফৌজদারি দেওয়ানী ও আবকারী আইন সমূহের পরীক্ষা দিতে কহিয়াছেন। এপর্য্যন্ত তাঁহারা পরের মাথায় কাটিয়া ফুরসৎ পাইতে ছিলেন।

জরুমত খাঁ নামক এক জন ভূতপূর্ব্ব বিদ্রোহী ও হত্যাকারীর মৃত্যু হইয়াছে। কাশ্মীরের রাজার উকীল তাহাকে ধরিয়া দিবেন স্বীকার করেন কিন্তু ধৃত করিবার সময়ে সে এমন সাহস পূর্ব্বক যুদ্ধ করে যে বধ ভিন্ন তাহাকে বন্দী করিবার উপায় আর ছিল না।

ফিনীগেজেট সম্পাদক বলেন, ধারের যুদ্ধে প্রাপ্ত দ্রব্য সৈন্যদিগকে অংশ করিয়া দেওয়া হইবে। এই যুদ্ধে সর্ব্ব শুদ্ধ ১০ লক্ষ টাকা পাওয়া হয়। আশ্চর্য্যের বিষয় এই, ঐ দ্রব্যের মধ্যে কয়েক তোড়া করাশী টাকা ছিল।

টাইম্স অব ইণ্ডিয়া খান্দেসের সৈনিক উপনিবেশের এক রিপোর্ট প্রকাশ করিয়াছেন। কয়েক দল সিপাহী তথায় বাস করিতেছে। গবর্ণমেণ্ট তাহাদিগকে অগ্রিম টাকা দিতে স্বীকার করিয়াছেন। এই উপনিবেশের ক্রমশঃ শ্রীবৃদ্ধি হইতেছে। জঙ্গলিগার চুয়াড়, সাঁওতাল ও সম্বলপুরের বন্যদিগকে এই উৎসাহ না দেওয়া হয় কেন?

যে চারিজন ইউরোপীয় সৈন্য দল ত্যাগ করিয়া কাবুলে পলায়ন করিতেছিল, তাহাদিগের প্রত্যেকের কঠিনপরিশ্রম সহ চারি বৎসর কারাবাসের আদেশ হইয়াছে।

আসামের দুই কয়েক ব্যক্তি লেপ্টনেণ্ট সি- আরুককে বধ করে, তাহাদিগের যাবজ্জীবন কারাবাসের আদেশ হইয়াছে।

ফিনিক্স সম্পাদক নিম্ন লিখিত ইউরোপীয় সমাচার প্রাপ্ত হইয়াছেন।

২৩এ মে, নিউ ইয়র্ক। আমেরিকার গবর্ণমেণ্টের সেনারা পোটম্যাকে পরাজিত হইয়াছে! অনরব এইরূপ বিদ্রোহীরা উক্ত নগর অধিকার করিয়াছে। একটা মহাযুদ্ধ হইবার সম্ভাবনা আছে।

২৯এ মে সেনাপতি ব্যাঙ্কস্ পরাজিত হইয়াছেন। অনেক লোক হত হইয়াছে। তিনি বর্জীনীয়া ও মেরিল্যাণ্ডে পলায়ন করিয়াছেন। বিদ্রোহীরা পশ্চাদ্ধাবমান হইয়াছে। ওয়াশিংটনের লোকেরা ভীত হওয়াতে তথায় সেনা প্রেরণ করা হইয়াছে। বালটিমোরের লোকেরা বিদ্রোহীদিগের পক্ষপাতাচরণ করিতেছেন। গবর্ণমেণ্টের সেনারা মাঞ্চেষ্টরের নিকটে পরাজিত হইয়াছে। পটমাক পুনর্ব্বার অবরোধ করা হইয়াছে। রবিন্ত ও রিচমণ্ডের নিকটে যুদ্ধ হইবে বোধ হইতেছে।

১২ই জুন লণ্ডন। ভারতবর্ষীয় ঋণচরিত্র কয়াইল দেওয়া হইবে। সেনাপতি জনষ্টন আমেরিকার গবর্ণমেণ্টের সেনাদিগকে পরাজিত করিয়া পেরোয়া ফেরতাকায় উপস্থিত হইয়াছেন। গবর্ণমেণ্টের যুদ্ধতরিসমূহ নাচেস নগর অধিকার করিয়াছে। ঐ দিবস দুইপ্রহরের সময়ে পুনর্ব্বার টেলিগ্রাফে নিম্নলিখিত সমাচার আসিয়াছে, বিদ্রোহীরা হঠাৎ ওয়াসিংটন নগরের সম্মুখে আসিয়াছে। তত্রত্য সকলে ভাবিত হইয়াছেন।

ফিনিক্সের জব্বলপুরের সংবাদ দাতা বলেন, তথায় একজন ইংরাজ পীয় রেইলওয়ে কর্ম্মচারী আত্মহত্যা করিয়াছে।

হিন্দু পেট্রিয়ট একটি অনিষ্টের প্রতিবাদ করিয়াছেন। অনেক ইউরোপীয় স্ত্রীলোক টাকা কর্জ্জ করিয়া শেষে আপনাকে বিবাহিত স্ত্রী বলিয়া পরিচয় দিয়া আদালতে অব্যাহতি পাইয়া থাকে। অনুসন্ধান করিলে অনেকের স্বামী কখন ছিল না।

৯৬

১৮ই আষাঢ় মঙ্গলবার।

গত কল্য প্রধানতম বিচারালয়ের বিচারপতিদিগের সমক্ষ লাকের বিষয় অতিরিক্ত গেজেটে প্রকাশিত হইয়াছে। উক্ত বিচারপতিরা গবর্ণমেণ্টের নিকট শপথ করিয়াছেন।

এবৎসর কয়েক স্থানে ওকালতী পরীক্ষা হইবার কথা ছিল, কিন্তু গেজেটে গবর্ণর সঙ্কল্প করিয়াছেন, আগামি জানুয়ারি মাসে পরীক্ষার নূতন প্রণালী করিবেন, তদনুসারে পরীক্ষা হইবে, অতএব এবৎসর পরীক্ষা স্থগিত হইল। একটী নূতন প্রণালী হওয়া অতিশয় আবশ্যক। বর্ত্তমানের উকীলেরা কেবল আইন মাত্র জানেন, ব্যবস্থা পদ্ধতির মূলসূত্র যুক্তি ও ইতিহাসের বিষয়ে তাঁহারা নিতান্ত অনভিজ্ঞ।

শুনা গেল রেইলওয়ের কর্ম্মচারিদিগের পেন্সন পাইবার নিয়ম হইয়াছে। ঐ ডিপার্টমেণ্টে যে যোগ্য লোক আসিবেন, এটী তাহার একটি উপায় হইল।

সমাচার হিন্দুস্থানীর এক খানি অতিরিক্ত পত্রে প্রকাশিত হইয়াছে, দেবী নামক এক চামার আপনাকে গবর্ণমেণ্টের চর বলিয়া পরিচয় দিয়া স্থানে স্থানে প্রায় সব করিতেছিল। উত্তর পশ্চিমাঞ্চলে জনরব উঠিয়াছে একটি সদ্যমৃতা স্ত্রীলোক একজন ইউরোপীয় ডেপুটি মাজিষ্ট্রেটকে মৃত্যু কালে এই কথা বলে যে গবর্ণমেণ্ট যাবতীয় গ্রাম বধ না করিলে ইংরাজদিগের রাজ্য থাকিবে না। দেবী এই সুযোগ পাইয়া চারিদিকে আতঙ্ক জন্মাইবার অভিপ্রায়ে ঐ কার্য্য করিতেছিল। তাহার সাত বৎসর দ্বীপান্তর বাসের আজ্ঞা হইয়াছে। ঐ দুরাত্মার আরো গুরুতর দণ্ড হওয়া উচিত ছিল।

অদ্য টেলিগ্রাফযোগে নিম্ন লিখিত সমাচার আসিয়াছে।—

লণ্ডন ১৩ই জুন। " ওয়াসিংটন নগর রক্ষার্থ সঙ্কট উপস্থিত হইয়াছে। বিদ্রোহীরা ইহার নিকটে উপস্থিত হইয়াছে।

১৩ই জুন। লার্ড পামরষ্টন ডাউনফিল্ড সাহেবের প্রস্তাবের যে সংশোধন করেন, তাহা মহাসভা গ্রাহ্য করিয়াছেন।

পারিস ১১ই জুন। সার্ডিনিয়ার গবর্ণমেণ্ট যাবতীয় ইউরোপীয় গবর্ণমেণ্টের নিকটে যে নেপলসে স্থিত দুরন্ত সেনাদিগের দুর্ব্ব্যবহারের প্রতিবাদ করিয়া এক পত্র লিখিয়াছেন।

প্রকাশিত হইয়াছে প্রথম, পাদ্রি [illegible] ও স্ত্রীরা এ বিষয়ে হস্তার্পণ করিয়াছেন।

ঢাকাপ্রকাশ সম্পাদক বঙ্গদেশীয় জমিদারদিগের আলস্যদোষের নিবারণ প্রস্তাব করিয়া বলেন আমাদিগের দেশের মধ্যে থাকরগঞ্জে অধিকাংশ জমিদারির বসতি। যেখানকার জমীদারেরা তাহাতেও তাঁহাদিগের আলস্যের আর কি হইবে?

বঙ্গদেশীয় যে দুই যুবক সিবিলিয়ান পদের পরীক্ষার্থী হইয়া ইংলণ্ডে গমন করিয়াছেন, তাঁহাদিগের এক পত্র ইণ্ডিয়ান মিরারে প্রকাশিত হইয়াছে। বাবু জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর ও তাঁহার স্ত্রী তাঁহাদিগের প্রতি সবিশেষ যত্ন করিতেছেন। আমাদিগের পরম বন্ধু মর এণ্ড্রু রায়ন ও গ্রাণ্ট সাহেব কষ্ট স্বীকার করিয়া তাহাদিগের তত্ত্বাবধান করিতেছেন। তাঁহারা লিখিয়াছেন, ভারতবর্ষস্থিত ইংরাজদিগের সহিত ইংলণ্ডস্থিত ইংরাজদিগের সৌসাদৃশ্য নাই। তথায় সকলেই তাঁহাদিগের সবিশেষ সমাদর করিয়া থাকেন এবং সকলেই ভারতবর্ষীয়দিগের জন্য ভারতবর্ষ শাসন করা শ্রেয়ঃ বলেন। তাঁহারা আরও লিখিয়াছেন এতদ্দেশীয়েরা যদি যথার্থস্বদেশের মঙ্গল চাহেন তাহা হইলে ইংলণ্ডে গমন করুন। আমরাও এই কথা সর্ব্বদা বলিয়া থাকি।

আমরা পরিদর্শকে একটী বিজ্ঞাপন দেখিয়া আহ্লাদিত হইলাম, মেডিকালকালেজের চিকিৎসালয়ের এতদ্দেশীয় রোগীদিগকে পথ্যাদি দেওয়া হয় না, তন্নিমিত্ত তাঁহাদিগের অতিশয় কষ্ট হয়। কয়েক জন দেশহিতৈষী তন্নিমিত্ত চাঁদা করিতেছেন: তাঁহারা ২৫০ টাকা মাত্র চাহেন। ইহার নিমিত্ত সকলেরই দেওয়া কর্ত্তব্য।

১৭ই আষাঢ় বুধবার।

ল্যাঙ্কেশায়ারের কর্ম্মশূন্য মজুরদিগের সাহায্যার্থ পুনশ্চ কলিকাতা হইতে ৬০,০০০ টাকা প্রেরণ করা হইয়াছে। বোম্বাইয়ের লোকেরা ৫০,০০০ টাকা পাঠাইয়াছেন।

শুনা গেল, সর চারল্‌স উড আজ্ঞা দিয়াছেন যে মুতন চিকিৎসক শ্রীক [illegible] তাহারা সাধারণের চিকিৎসা করিতে পারিবেন না? বর্ত্তমান চিকিৎসকেরা বুঝি কেবল উপজীবিকা করিয়া বেড়াইতেছেন?

চীনদেশে আমুরস্থিত বিদ্রোহী দলের সহিত ফরাশী ও ইংরাজদিগের যুদ্ধ হইতেছে।

বোম্বাইয়ে এরূপ জনশ্রুতি হইয়াছে, ভারতবর্ষ হইতে চীনদেশে সৈন্য প্রেরিত হইবে। চীনদেশ শেষে ভারতবর্ষের ন্যায় ইংরাজ অথবা ফরাশীদিগের হস্তগত হইবে সন্দেহ নাই।

লেঙ্‌ সাহেব যে নিয়মে বঙ্গদেশীয় ব্যাঙ্কের হস্তে সাধারণ রাজস্ব ও নোট প্রদান করিয়াছেন, তাহাতে সর চারল্‌স উড বিরক্ত হইয়া এক পত্র লিখিয়াছেন। ষ্টেট সেক্রেটারি বলেন, ব্যাঙ্ককে অনেক লাভ দেওয়া হইয়াছে, তাঁহারা লাভের অংশ লইবেন, কিন্তু ক্ষতি হইলে সরকারের হইবে। আমরা পূর্ব্বে ইহার প্রতিবাদ করিয়াছিলাম

শুনা যাইতেছে, পূর্ব্ববাঙ্গালার রেইলওয়েতে আগামি সপ্তাহ অবধি বারাকপুর পর্য্যন্ত বাষ্পীয় শকট চলিবে।

ইংলিসম্যান সম্পাদক বলেন, লেপ্টেনাণ্ট গবর্ণর শিল্প বিদ্যালয়ে ১০০০ টাকা দান করিয়াছেন।

ইংলণ্ডে জনরব হইয়াছে লার্ডকানিঙ সর চারল্‌স উডের পরিবর্ত্তে ভারতবর্ষীয় সেক্রেটারি হইবেন। কিছু দিন পরে হইলে ভাল হয়।

পাঠকবর্গ সর জেমস ব্রুকের নাম শুনিয়া থাকিবেন, ঐ ব্যক্তি বোর্ণিও দ্বীপের সারাওয়াক রাজ্য প্রাপ্ত হইয়াছেন। ইংলণ্ডেশ্বরী তাঁহাকে স্বাধীন রাজা বলিয়া স্বীকার করিয়াছেন। সর জেম্‌স ব্রুক নিজ প্রজাদিগকে [illegible]শঃ সভ্য করিতেছেন। সম্প্রতি তিনি এক দল গোয়েন্দা সৃষ্টি করিয়াছেন।

বাঙ্গালী সম্পাদক ঢাকার ফিরিঙ্গি রেজিমেণ্টের অত্যাচার নিবারণের অনুরোধ করিয়াছেন। ঢাকা প্রকাশে কয়েক বার ঐ দুরাত্মাদিগের অত্যাচারের বিষয় লিখিত হয়। গবর্ণমেণ্ট কি নিমিত্ত এই "জেন্টুল্‌মেন বাগদি" সেনা দল রাখিয়াছেন?

২০এ আষাঢ় বৃহস্পতিবার।

সম্প্রতি গোয়াল পাড়ায় গোহত্যা উপলক্ষে হিন্দু ও মুসলমানে তুমুল দাঙ্গা হইয়া গিয়াছে। এক ব্যক্তি হত হইয়াছে।

বরীশালের নূতন কমিসনর বাকটিন সাহেব নিজ কর্ত্তব্য কর্ম্ম সম্পাদন করিয়া সকলের প্রিয়পাত্র হইয়াছেন। তাঁহার নিয়োগের সময়ে অনেকে অনেক প্রকার বিদ্রূপ করিয়াছিলেন।

পিনাঙে গত বৎসর ১,৬৮,৮৭৪৩৪ টাকার দ্রব্য আমদানী ও ২,০৩,৯৬,৫৫১ রপ্তানী হইয়াছে। চীনদেশীয় অনেক বণিক থাকাতে এই বন্দরটির ক্রমশঃ উন্নতি হইতেছে।

পাঠকবর্গের স্মরণ থাকিতে পারে, গত বৎসর মিসনরিরা বঙ্গদেশের কৃষকদিগের অবস্থায় অনুসন্ধান করিবার জন্য এক কমিসন নিয়োগের প্রস্তাব ও প্রার্থনা করেন। শুনিয়াছি অবজরবরে লিখিত হইয়াছে, গ্রাণ্ট সাহেব কর্ণেল সেয়াস্ত স্মিথকে এই কার্য্যে নিয়োজিত করিবার সঙ্কল্প করেন। কিন্তু উক্ত কর্ণেলের মৃত্যু হওয়াতে তিনি উপযুক্ত লোক দিয়ে মিসনরিদিগের প্রার্থনা গ্রাহ্য করিতে সমর্থ হন নাই। বীডন সাহেব এবিষয় কি নিশ্চিত হইবেন? মিসনরিদিগের পুনর্ব্বার আবেদন করা কর্ত্তব্য।

চীনদেশীয় বিদ্রোহিদিগের সহিত ইংরাজদিগের পুনর্ব্বার যুদ্ধ হইয়াছে। এক জন রণতরির অধ্যক্ষ ও আর এক জন লেপ্টেনাণ্ট হত হইয়াছেন। দুই ঘটিকা যুদ্ধের পর বিদ্রোহীরা পলায়ন করে।

দিল্লী গেজেটে প্রকাশিত হইয়াছে, সুলতান আহম্মদ খান বৃদ্ধ আমীরকে বিনা যুদ্ধে কান্দাহার ত্যাগ করাইতে না পারিয়া ৮০০০ অতিরিক্ত সৈন্য লইয়া রণক্ষেত্রে উপস্থিত হইয়াছেন। অবিলম্বে একটি যুদ্ধ হইবার বিলক্ষণ সম্ভাবনা আছে।

লক্ষ্ণৌ নগরে পুনর্ব্বার ৪১০০০ নগদ টাকা ও অলঙ্কার পাওয়া গিয়াছে। অনেকে এখন গৃহ খনন করিতেছেন। মন্দ নয়।

প্রধান সেনাপতি বিবাহিত ইউরোপীয় সেনাদিগের সংখ্যার এক হিসাব চাহিয়াছেন। আর্মি সংবাদ, ১লা যে এই হিসাব দিতে হইবে। সৈন্যগণের বিবাহ হয়, অনেকে অনুরোধ করিতেছেন, কিন্তু আমাদের বিবেচনায় এই প্রকার তাহাদিগের স্ত্রী যেন্য [illegible]

কাম
াকিতে পারে না।

গ স্ত্রীলোক [illegible] করিবার যে [illegible] হইয়াছে, তাহা করিলে কি ফল হয় না।

মান্দ্রাজে কয়টি ছোট আদালত [illegible] হইতেছে। ইহার মধ্যে পাঁচটির বিচারপতি প্রধান সদর আমীনের শ্রেণি হইতে মনোনীত হইবেন এক জন মাত্র বারিষ্টর বিচারপতি হইবেন। মান্দ্রাজ বাসীরা এবিষয়ে আমাদিগের অপেক্ষা অধিকতর সৌভাগ্য শালী।

বোম্বাইনগরে গত বৎসর ১,২৯৭ টি মাতালের পুলিশ বিচারালয়ে বিচার হয়। ভারতবর্ষের সকল স্থানে সুরাপানের শ্রীবৃদ্ধি হইতেছে। ইহার শ্রীবৃদ্ধি ভারতবর্ষের শ্রীবৃদ্ধির প্রধান অন্তরায় সন্দেহ নাই।

সম্প্রতি বোম্বাই নগরের সদর আদালত অধীনস্থ ম্যাজিষ্ট্রেটদিগকে আইনে অনভিজ্ঞ বলিয়া ভৎসনা করিয়াছেন। তাঁহাদিগের মধ্যে অনেকে দণ্ডবিধানের আইন বুঝেন না এবং অধিকাংশ অলস। আদালতে একব্যক্তির তিনবার বিচার হয়, তিনবারই ম্যাজিষ্ট্রেট অ[illegible] উচিত ক্ষমতা চালন করেন। সিবিলিয়ান বিচারপতিদিগের যতদিন এই সংস্কার না জন্মিবে যে দোষ করিলেই তাহাদিগকে ছাড়াইয়া লওয়া হইবে ততদিন কাহার সাধ্য আমাদিগের [illegible] সকলের উৎকর্ষ সাধন করেন?

সিঙ্গাপুরের একখানি সংবাদ পত্রে প্রকাশিত হইয়াছে ফরাসীরা কোচিন চীনের রাজের নিকট হইতে আনাম দেশ ও যুদ্ধের ব্যয়ের জন্য ৮৮ লক্ষ টাকা পাইয়াছেন। ফরাসী সেনাপতিরা [illegible] দের সৈন্যদিগকে রণশিক্ষা দিবেন। ফলতঃ সকল বিষয়েই ফরাসী কর্তৃত্ব হইল। পূর্ব এসিয়ায় ফরাসিদিগের একটি উত্তম রাজ্য স্থাপন হইল, ব্রহ্মদেশে তাহাদিগের ক্ষমতা থাকে, চীনদেশের ত কথাই নাই। এক্ষণে আমাদিগের গবর্ণমেণ্ট যেন সতর্ক থাকেন, যে নেপোলিয়ন বোনাপার্ট [illegible] ন্যায় অসার [illegible] নেপোলিয়ন স্থাপন করিতেন না।

উক্তপত্রে প্রকাশ আছে সিঙ্গাপুরে [illegible] নিকার এত বৃদ্ধি হইয়াছে যে [illegible] হে- [illegible] আমোদ [illegible] করিয়াছেন। [illegible] রাখা আছিক। কলিকা-

[illegible]

[illegible] চৌম্পল সাহেব [illegible] এক সম্বর্দ্ধন করিয়া আনরী অনলকে এক [illegible] তাড়া রাজা বাহাদুর উপাধি প্রদান করিয়াছেন। তদুপলক্ষে যাবতীয় রাজ্য সংক্রান্ত উচ্চ [illegible] কর্মচারী নিমন্ত্রিত হন। চৌম্পল সাহেব মধ্য ভারতবর্ষের কমিসনর হইয়া অবধি এতদ্দেশীয়দিগের প্রিয় পাত্র হইয়াছেন। কিন্তু তিনি যেমন এতদ্দেশীয়দিগের প্রিয় পাত্র হইয়াছেন, শ্বেতকিরীটরা তেমনি তাঁহার উপরে চটিয়াছেন।

আমরা শুনিয়াছিলাম ই, সি, বেলি সাহেব রক্ষাবর কাউন কালেক্টর থাকিবেন, মধ্যে মধ্যে শ্রেণি মত তাঁহার বেতন বৃদ্ধি হইবে এই মাত্র। গত কল্যের গেজেটে তাঁহাকে রেবিনিউ বোর্ডের মেম্বর করা হইয়াছে। ক্রফোর্ড সাহেব তদীয় পদে প্রতিষ্ঠিত হইবেন।

ইংলিসম্যানের হায়দরাবাদের সংবাদদাতা বলেন তত্রত্য একটী ব্রাহ্মণকন্যা অষ্টমাবস্থায় ঋতুমতী হওয়াতে তাহাকে নদীতীরে এককুটিরে রাখিয়া আসা হয়। তাহার পিতা ও আত্মীয়বর্গ এই প্রতীক্ষা করিতেছেন যে নদীর স্রোত বৃদ্ধি হইয়া তাহার প্রাণ বিনষ্ট হইবে, এমত সময়ে প্রধান মন্ত্রী সালারজঙ্গ তাহাকে উদ্ধার করিয়া তাহার পিতার সুচলকা লইয়াছেন। হিন্দুধর্ম্মে এই সকল দোষ থাকাতে হিন্দুধর্ম্ম বিলোপোন্মুখ হইয়াছে।

ফিনিক্স সম্পাদক এতদ্দেশীয়দিগের দুরাশার প্রবৃত্তির নিবারণ করিবার অনুরোধ করিয়াছেন। আবকারীর উপলক্ষে গবর্ণমেণ্টের লালসা থাকিলে নিবারণ হইবার সম্ভাবনা নাই।

এরূপ জনশ্রুতি ফিরোজ শাহ ফকিরের বেশে নেপালে আসিতেছিলেন এমত সময়ে কয়েক জন দস্যু তাহার প্রাণবধ করিয়াছে। বোধ হয়, ফিরোজ শাহের [illegible] পক্ষ হইয়া থাকিবে, [illegible] মধ্যে তিনি কি রূপে [illegible] কথা হইতে [illegible] আসিবেন।

[illegible]

হইয়াছে [illegible] আরম্ভ করিয়াছে।

[illegible] অবেধার উপর [illegible] বিষয় [illegible] নাই। [illegible] নাই। [illegible] তাহাকে এই সুবিধা হইয়াছে। [illegible] কোম্পানি [illegible] করাইয়াছেন না কি?

গেল বৎসর ইণ্ডিয়া [illegible] আমদানী ... ২২৬,৩১,৫৮৩০
রপ্তানী ... ২,১২,৪৫,৯৮০
সর্ব্বশুদ্ধ ... [illegible]

[illegible]

আমাদের সম্প্রতি এক জন [illegible] কারাগার হইতে পলায়ন করিবার [illegible] পুলিস [illegible] করিয়াছে। [illegible] সেনাদলে ছিল। [illegible] জন্য [illegible] আমরা দেখিয়া [illegible]

[illegible] ফরাসী সম্রাট [illegible] করিয়া আফ্রিকায় ইংরাজদিগের [illegible] যাইবেন। [illegible]

পুনঃ আবার [illegible]

[illegible] মাতলার [illegible] উৎপাত [illegible] বিধান [illegible] করিয়াছেন।

অযোধ্যায় ভারতবর্ষীয় সভা একটী [illegible] করিয়াছেন। তাঁহারা তত্র [illegible] ঘোষণা দ্বারা জানাইয়াছি-

ক যে ব্যক্তি গবর্ণমেণ্টের নাম ক[illegible] প্রাম-
াণ করিতেছে, তাহারা ছুক[illegible]
রায়া ঐ ঘোষণা পাইয়া সেব[illegible]
করিয়া দেয়। উহার সাক্ষে ম[illegible]
ানের আদেশ হইয়াছে।

হায়দরাবাদের নবাব ও তত্র[illegible]
কে লইয়া নবাব পত্রে তর্ক বিতর্ক [illegible]
ভারতবর্ষের প্রধান প্রধান সম্পাদকেরা ফ্রে
ণ্ড অব ইণ্ডিয়ার অবমিশ্র ও অবৌক্তিক বা-
ক্যের অনুমোদন করেন নাই। ফ্রেণ্ড অব ই
ণ্ডিয়া সম্পাদকের যেরূপ ভাব দেখিতে পা-
ওয়া যায়, ঊনবিংশ শতাব্দী না হইলে তিনি
মহম্মদের ন্যায় করে করবাল ধারণ করিয়া
একেশ্বরদিগকে খৃষ্টিয়ান করিতে প্রবৃত্ত হই-
তেন সন্দেহ নাই।

ইংলিসম্যান সম্পাদক বলেন, পাটনার
জজ ই, লাটোর সাহেব নিজে [illegible]কীদিগের
জবানবন্দী গ্রহণ করেন। আজি কালি ইহাও
প্রশংসার বিষয় হইয়াছে।

এক জন ফিরিঙ্গি তাহার রক্ষিত এক জন
ইউরোপীয় স্ত্রীলোকের নাক কাটিয়া দেওয়া-
তে তাহাকে সেসিয়নে সমর্পণ করা হইয়াছে।
: ৪ই জুলাই সেসিয়ন খু[illegible] পাপ
ক্রিয়া ক্রমশঃ বৃদ্ধি

শিল্পপ্রদর্শন সভা[illegible]
এক খানি অদ্ভুত দর্পণ [illegible]
যে ব্যক্তি ঐ আরশীর [illegible]
মান হয়, তাহার সমুদায় [illegible] ন্যায়
পৃথক পৃথক দুই হয়। চারিহাত অন্তরে দাঁ-
ড়াইলে যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ ও অবিকল
দেখা যায় বটে কিন্তু মধ্যভাগের এক পার্শ্ব
হইতে পদ ও হীন একটী অর্দ্ধশরীর নিষ্ক্রান্ত
হয়, যদি দর্শক লাঠী অথবা তরবারি ল-
ইয়া দর্পণে আঘাত করিতে যান, ঐ অর্দ্ধশরীর
দক্ষিণপার্শ্ব হইতে বাম পার্শ্বে আসিবে। আট
হাত দূরে মূর্ত্তির কোন বৈলক্ষণ্য দর্শন হয়
না।

২২এ আষাঢ় শনিবার।

গত বৎসর সিন্ধু প্রদেশে ২,৭৩,৬৫,৫৫৩
টাকা রাজস্ব আদায় হইয়াছে। পূর্ব্ব বৎসর
অপেক্ষা ২৭,২৮,৬৫০ টাকা অধিক আদায়
হইয়াছে। সিন্ধুদেশ ক্রমে অন্যত্য গবর্ণমে-
ণ্টের ভারস্বরূপ না হইয়া সাধারণ ধনাগারের
সহায়তা করিবে সন্দেহ নাই।

ইংলিসম্যান সম্পাদক আসামের চাকর
দিগকে এই পরামর্শ দিয়াছেন যে তাহারা ম-
জুর দিগের পর্য্যাপ্ত বেতন দেন এবং তাহাদি
গের প্রতি অত্যাচার না করেন। গায়ে অ
ধিক জোর আছে, তাহাই যে অত্যাচার করি
তেছে, ইংলিসম্যান সম্পাদক বসিলে কি হইবে।

রিচার্ড জেম্স হক নামে একজন ইউরো
পীয় চারলস লেকিন্ড কোম্পানির দোকানে
কর্ম্ম করিত। এক জন পারসী উক্ত কোম্পানি
র দোকানে বিক্রয়ার্থ একটি অঙ্গুরীয় রাখিয়া
যান। হক তাহা আত্মসাৎ করাতে তাহার
নামে পুলিসে নালীস হওয়াতে তাহাকে সে
সিয়নে সমর্পণ করা হইয়াছে।

সুপ্রিম কোর্টের সহকারী অনুবাদক দল
ব তহবিল তছরূপ করিয়া পলায়ন করিয়াছে।
ঐব্যক্তির নামে প্রায়ই পুলিসে নালিশ হইত।
ঐ ব্যক্তি পূর্ব্বে কলিকা স্কুলের প্রধান শিক্ষক
পশ্চাৎ ঢাকার নর্ম্মাল স্কুলের শিক্ষক হই
য় ছিল। শিক্ষকের উপযুক্ত বটে।

আমরা অমাবস্যা নামে এক খানি মাসিক
পত্রিকা প্রাপ্ত হইয়াছি। ইহার মূল্য দুই পয়সা
মাত্র। অমাবস্যা জগৎকে যেমন আলোকময়
করে, ইহা কি সেইরূপ করিবে।

নিম্ন লিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ
বিক্রীত হইতেছে।

৪ টাকার সিকা	৯৬।০ । ৯৬৸০
৪ টাকার কোম্পানির	৯৬০ । ৯৬।০
৫ টাকার "	১০৪০ । ১০৪।০
৫॥ টাকার "	১১২ । ১১২৵০

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

২৩এ জুন—মেজর আর, কে, ইলিস বীর
ভূমের বিভাগের রেজিষ্টর হইবেন।

২৩এ জুন—উলুবেড়িয়ার মুন্সেফ বাবু যদু-
নাথ মুখোপাধ্যায় ১৮৫৯ অব্দের ১০ আইনের
১৫০ ধারানুসারে হুগলী জেলার ডেপুটি কালে
ক্টরের ক্ষমতা পাইবেন। অপর। বাবু যদুনাথ
মুখোপাধ্যায় আরও বঙ্গদেশীয় ব্যবস্থাপক
সভায় ১৮৫৮ অব্দের ৬ আইনের ১৯ ধারা ও
১৮৫৯ অব্দের ১০ আইন সংক্রান্ত মোকদ্দমার
আবেদন গ্রহণ করিতে পারিবেন।

সব আসিষ্টাণ্ট সরজন কেদারচন্দ্র নন্দী বরি-
শালের দাতব্য চিকিৎসালয়ের কার্য্য ভার প্রাপ্ত
হইবেন।

২৭এ জুন—নিম্ন লিখিত কর্ম্মচারিরা অস্থায়ি
সহকারী কমিসনর হইবেন—

লেপ্‌টনেণ্ট ডবলিউ, সি, এস, ক্লার্ক, এবং
জে, গ্রেগরি।

২৮এ জুন—হুগলীর প্রতিনিধি অতিরিক্ত
জজ ই, জি, বার্চ সাহেব উক্ত জেলার কালেক্টরে
র ক্ষমতা প্রাপ্ত হইয়া আপীল শুনিতে পারি
বেন।

বাবু মাধবচন্দ্র চৌধুরী কিষণগঞ্জের [illegible]
পাটনার সদর আমীন হইবেন

৩০এ জুন—আসামের ডেপুটি কমিস[illegible]
ক্যাপ্টেন টি. লাম গোয়ালপাড়া বিভাগের [illegible]
প্রাপ্ত হইবে।

আসামের অতিরিক্ত সহকারী [illegible]
ডবলিউ, এচ, গ্রেগরি [illegible]
জন্য নওগাঁর ভার প্রাপ্ত হইবেন।

আসামের অতিরিক্ত সহকারী [illegible]
এ, ক্রম সাহেব সহকারি [illegible]
হইবেন।

পুর্ণীয়ার প্রধান সদর আমীন বাবু সো[illegible]
চন্দ্র চৌধুরী উক্ত জেলার দলিল[illegible]
রেজিষ্টর হইবেন।

অনরেবল এচ, বি হেরেরো তাঁহার [illegible]
কর্ম্ম ব্যতিরিক্ত গবর্ণমেণ্টের উকীল [illegible]
নিয়েন্তুমসের কার্য্য করিবেন।

১লা জুলাই—ই, টি, টেভর সাহেব রেভিনিউ
বোর্ডের এক জন প্রতিনিধি সভ্য হইবেন।

জে, এ, কুকোর্ড সাহেব কলিকাতার প্রতি
নিধি কষ্টম কালেক্টর হইবেন।

মূল্যপ্রাপ্তি।

আই. সি ষ্টিফেন সাহেব পাবনা
১২৬৯ জ্যৈষ্ঠঅবধি কার্ত্তিক পর্য্যন্ত কো০ ৫ টাকা
শ্রীযুক্ত বাবু রামচন্দ্র ভৌমিক ঢাকা
১২৬৯ ভাদ্র পর্য্যন্ত কো০ ৫ ঐ
" নীলকমল বসাক কলিকা[illegible]
১২৬৯ জ্যৈষ্ঠঅবধি কার্ত্তিক পর্য্যন্ত [illegible]
" শ্রীধর বিদ্যাভূষণ মজিলপুর
১২৬৯ আষাঢ় অবধি অগ্রহায়ণ পর্য্যন্ত কো০ ৫

এই পত্র কলিকাতার দক্ষিণ পূর্ব্ব বাঙ্গলা রেলওয়ের
সোনারপুর ষ্টেসনের দক্ষিণ চাংড়িপোতা গ্রামে শ্রীযুক্ত
দ্বারকানাথ বিদ্যাভূষণের বাটিতে প্রতি সোমবার
প্রাতে প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

“ প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং

৪ ভাগ।
৩৫ সংখ্যা।

সন ১২৬৯। ৩১ আষাঢ়। ইং ১৮৬২। ১৪ জুলাই

মাসিক মূল্য ১ টাকা।
বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশ।

৩১ আষাঢ় সোমবার।

লার্ড কানিঙের মৃত্যু।

পাঠকগণ! আজি সোমপ্রকাশ আপনাদিগকে একটি দারুণ শোক সম্বাদ প্রদান করিতেছে। আমাদিগের স্নেহ, ভক্তি ও কৃতজ্ঞতার আস্পদ পরম দয়াবান সেই মহানুভব লার্ড কানিঙ আর ভূমণ্ডলে নাই। যিনি অসামান্য দয়া, দাক্ষিণ্য, ন্যায়পরতা ও সমপক্ষপাতিতাদি সদ্গুণের আধার ছিলেন; যিনি বিদ্রোহ কালে বিপক্ষগণের কটু বচন বাত্যাহত হইয়াও অচলের ন্যায় থাকিয়া অবিচলিত চিত্তে স্বকর্ত্তব্য সাধন করিয়াছিলেন, যাঁহার হৃদয় মন্দিরে ভারতবর্ষের উন্নতি সাধন চেষ্টা নিয়তকাল জাগরূক ছিল, যাঁহার যত্নে সেই উন্নতি বিধায়ক বিধি ও উপায় সকলও প্রবর্ত্তিত হইয়াছিল, ইংলণ্ডস্থ হইলেও যাঁহা হইতে আমাদিগের ভাবি শুভ লাভের আশা ছিল, তিনি এক্ষণে আর নাই। তিনি ১৭ই জুন লণ্ডনে প্রাণত্যাগ করিয়াছেন। তাঁহার যকৃৎ স্ফীত হইয়াছিল। ভারতবর্ষ পরিত্যাগ করিবার পূর্ব্বে তাঁহার স্বাস্থ্য বিহত হইয়া যায়। পথে পীড়া বৃদ্ধি হয়। তিনি লণ্ডনে উপনীত হইয়া সুস্থ চিত্তে আত্মীয় স্বজনের সাক্ষাৎকার লাভ সুখ অনুভব করিতে পারেন নাই। সাধারণে তাঁহাকে লইয়া আনন্দ মহোৎসব করিতেও পারে নাই।

হায়! মানুষের জীবন কি ক্ষণভঙ্গুর! মানুষের আশা কি ক্ষণিক! এই আমরা আশা করিতেছিলাম, লার্ড কানিঙ ভারতবর্ষে থাকিয়া আমাদিগের অনেক শ্রেয়ঃ সাধন করিয়াছেন, কিন্তু বিপক্ষগণের বিপক্ষতায় যে যে বিষয়ে কৃতকার্য্য হইতে পারেন নাই, ইংলণ্ডে গিয়া তৎসম্পাদন করিবেন। সর চারলস উডের পদে তাঁহার প্রতিষ্ঠা হইবে এই জনরব শুনিয়া আমাদিগের হৃদয়ে সেই আশা অঙ্কুরিত হইয়াছিল, কিন্তু নিমেষ মধ্যে সমুদায় শেষ হইয়া গেল!

আত্যন্তিক পরিশ্রম, চিন্তা ও উদ্বেগ তাঁহার অকাল মৃত্যুর কারণ হইয়া... ভারতবর্ষে পদার্পণ করিয়া অবধি তিনি এক দিন স্বচ্ছন্দে যাপন করিতে পান নাই। পরিশেষে স্বদেশে প্রতিগমন করিবার সময়ে নিজ গুণবতী ভার্য্যা বিয়োগ হয়।

লার্ড কানিঙ ১৮১১ খৃঃ অব্দে জন্ম গ্রহণ করেন। সুবিখ্যাত জর্জ কানিঙ তাঁহার পিতা। তাঁহার সন্তানাদি কিছুই নাই। তাঁহার সম্পত্তি ও কুল সম্মানের অধিকারী হন একরূপ কোন নিকট আত্মীয় নাই। অতঃপর তাঁহার নাম লোপ হইতে চলিল। কুলাদর্শ হইতে তাঁহার নাম লুপ্ত হইতে পারে বটে, কিন্তু ইংলণ্ডের সজ্জনগণ ও ভারতবর্ষবাসিদিগের হৃদয় হইতে তাঁহার নাম কখন নিবৃত্ত হইবে না।

ভারতবর্ষে বহু উৎকৃষ্ট গুণসম্পন্ন গবর্ণর জেনেরল আসিয়াছেন, লার্ড কানিঙ ও তাঁহাদিগের মধ্যে এক জন প্রধান। তাঁহার ও লার্ড বেণ্টিকের নাম ভারতবাসীদিগের হৃদয়ে পাষাণ রেখার ন্যায় দীর্ঘকাল জাগরূক থাকিবে সন্দেহ নাই।

দেশীয় নবাব ও রাজগণের দরবার স্থলে ইংরাজদিগের উপানৎ [illegible] ব্যবহার প্রস্তাব।

ক্ষণে ভারতবর্ষে ব্রিটিস জাতির একা
ত্য লাভ হইয়াছে। ভারতবর্ষে এখন
কাহারও স্বাধীনতা নাই। নেপালের
বাহাদুর ও হাইদরাবাদের নিজাম
উ আপনাদিগকে স্বাধীন জ্ঞান করেন
কিন্তু তত্ত্ব পর্যালোচনা করিলে তাঁ
দের সে স্বাধীনতা নাম মাত্রে। উহা
স জাতির অনুগ্রহের উপরে নির্ভর
তেছে। তাঁহারা আপনাদিগের এই
সম্পূর্ণরূপে বুঝিতে না পারুন, কিন্তু
ণ ইউরোপীয়দিগের ই। অবিদিত
। নিয়তকাল এই বিষয়টী মনে উদিত
থাকে অতএব রাজপুরুষেতর ইউরো
দিগের মনের ভাব পরিবর্ত্ত হইয়াছে।
ভাব পরিবর্ত্তের অনুসারি ব্যবহার প
র্ত্তেরও চেষ্টা জন্মিয়াছে। এতদিন তাঁ
রা এদেশীয়দিগের চিরাচরিত আচার
ব্যবহারের যথোচিত সম্মাননা করিয়া আ
সিয়াছেন, কিন্তু এখন সেই সম্মান প্রদর্শন
তাঁদের অসহ্য হইয়া উঠিয়াছে। তাঁহাদি
র এক্ষণকার মনের কথা এই যে নবাব
রাজগণ আপনাদিগের পুরুষ পরম্পরাগত
আচার ব্যবহার অবিলুপ্ত রাখিবার চেষ্টা
আগ্রহবান না হইয়া তাঁহাদিগেরই (ইউ
রোপীয়দিগের) ইচ্ছা সদৃশ ব্যবহার করে
। এরূপ চেষ্টা হওয়া অনৈসর্গিক নহে।
র্ব্বস্ব প্রাধান্য লাভ হইলে মনুষ্যের ম
নের ভাব এইরূপই হইয়া থাকে।

এতদিন ইংরাজেরা এদেশীয় নবাব ও
রাজগণের দরবার স্থলে জুতা খুলিয়া খ
ালি পায়ে গিয়াছেন, কোন কথা ছিল না
খন আর এটী কোনক্রমেই সহ্য হইতে
ছে না। হাইদরাবাদের রেসিডেণ্ট কর্ণেল
ডেবিডসন. তত্রত্য নিজামকে তারা নামক
সম্মান চিহ্ন প্রদান করিবার সময়ে নিজা
মের দরবারে জুতা খুলিয়া গিয়াছিলেন
বলিয়া কয়েক জন ইউরোপীয় তাঁহাকে
লইয়া হুড়াহুড়ি করিতেছেন। অনুধাবন
করিয়া দেখিলে এ বিষয়ে তাঁহার অণু
মাত্র অপরাধ নাই। শত [illegible] বৎসর কাল ব্রি
টিস রাজপ্রতিনিধিগণ যেরূপ ব্যবহার ক
রিয়া আসিতেছেন, তিনি তাহাই করিয়া
ছেন।

উপানৎ পরিত্যাগ করিয়া কর্ণেল ডে
বিডসনের নিজামের দরবারে গমন প্রসঙ্গ
লইয়া যখন আন্দোলন উপস্থিত হইয়াছে,
তখন এ বিষয়ের মীমাংসা গবর্ণমেণ্টের উ
পরেই নির্ভর করিতেছে। কিন্তু গবর্ণমেণ্টে
র পক্ষে এ মীমাংসা সহজ নহে। এদেশী
য়দিগের চিরন্তন আচার ব্যবহার [illegible] উ
ন্মূলন অথবা বিরুদ্ধ আচরণ করিয়া লোক
দের বিদ্বেষ ভাজন হওয়া গবর্ণমেণ্টের
অভিপ্রেত নয়। লার্ড ডেলহৌসি এদে
শীয়দিগের দত্তকাদি গ্রহণরীতির নিষেধ
করিয়া ভারতবর্ষে বিদ্রোহ বহ্নি প্রজ্বলিত
করিয়া যান। লার্ড কানিঙ সেই প্রাচীন
রীতি পুনঃ প্রতিষ্ঠিত করিয়া সকলের চি
ত্তের আশ্বাসন করিয়াছেন। এরূপ স্থলে
গবর্ণমেণ্ট যেচ্ছানুসারে জুতা পরিত্যাগ ক
রিয়া দরবার গমন রীতি রহিত করিতে
পারেন না। তাহা করিলে এদেশীয়দিগের
চিত্তবিরাগ জন্মিবার সম্পূর্ণ সম্ভাবনা আছে।
ইহা বিবেচনা করাও আবশ্যক যে,
নবাব ও রাজগণ আপনাদিগের সভার অ
পরাপর রিক্তপদে উপবিষ্ট থাকিবেন,
আর ইংরাজেরা সোপানৎক হইয়া তথায়
গমন করিবেন, ইহা দেখিতে অসুন্দর স
ন্দেহ নাই। কেবল দেখিতে অসুন্দর এই
মাত্র দোষ নয়, সভাস্থলে চক্ষে দর্শনে আ
পনাদিগকে অপমানিত জ্ঞান করিতে পা
রেন। বিশেষতঃ এদেশীয় নবাব ও রাজ
গণ যখন দেখিতে পান, ইংরাজ গবর্ণমে
ণ্টের কৃত সভায় তাঁহাদিগকে জুতা খুলিয়া
যাইতে হয়, অথচ ইংরাজেরা সভাস্থলে জু
তা পরিয়া যান। আপনাদিগের জাতীয় ভাব

[illegible]
[illegible]
তাঁহার [illegible]
তাহা [illegible]

এরূপ [illegible]
কর্ত্তব্য। ইংরাজেরা [illegible]
করিয়া দরবার [illegible]
দিগের চিরন্তন ব্যবহারে উপেক্ষা করি
আপনাদিগের [illegible]
চেষ্টা করেন [illegible]
ঘটিবার সম্ভাবনা আছে, তাঁহা উপে
পরিগণিত হইবে। [illegible] রাজপুরুষেত
ইউরোপীয়েরাও [illegible] খুলিয়া দ
বার স্থলে গমন সহ্য করিতে পারিতেছে
না। অতএব যাহাতে উভয়েরই জাতী
য় ব্যবহার রক্ষা হয় এরূপ একটী মীমাংস
করা আবশ্যক। সে মীমাংসার উপায় এই
গবর্ণমেণ্ট একটী বিশেষ আজ্ঞা দ্বারা নব
াব ও রাজগণকে এইকথা জানান যে তাঁহার
আপন আপন সভাস্থলে উপানৎ ব্যব
হার আরম্ভ করেন এবং যে যে স্থলে ইংরা
জদিগের দরবার হইবে, সেখানে এদেশীয়ে
জুতা পরিয়া যাইবেন। এরূপ সমা
ন ব্যবহার হইলে আর কাহারও মানহা
নি হইবার সম্ভাবনা থাকিবে না, সকল দি
ক রক্ষা হইবে সন্দেহ নাই।

হাইদরাবাদের প্রসঙ্গে আর এক
যে কথা উঠিয়াছে. নিজাম ষ্টারচিহ্ন ল
তে চাহেন নাই, রেসিডেণ্ট তাঁহাকে
নেক লওয়াইয়া গ্রহণ করাইয়াছেন,
জাম অনিচ্ছাপূর্ব্বক গ্রহণ করিয়াছেন,
নিবন্ধন তিনি চিহ্নগ্রহণ কালে যথোচি
ভক্তিপ্রদর্শন করেন নাই। এবিষয়ে আ
দিগের বক্তব্য এই, এঅংশে দাতা ও
হীতা উভয়েরই নির্ব্বুদ্ধিতা প্রকাশ হই
ছে। দাতার নির্ব্বুদ্ধিতা এই, দাতা যখ
নিজামের সহিত আপনার নিতান্ত অধী
প্রজার ন্যায় ব্যবহার না করিয়া মিত্র
জার ন্যায় ব্যবহার করেন, তখন তি

যে চিহ্ন আপনার অধীন প্রজাকে প্রদান করিয়া তাহার সম্মান বর্দ্ধন করিয়াছেন, তখন সেই চিহ্ন প্রদান করিয়া মিত্র রাজার সম্মান বর্দ্ধন চেষ্টা করা বিধেয় হয় নাই। নিজামের নির্বুদ্ধিতা এই, তিনি আপনার ক্ষমতা বুঝিতে না পারিয়া বৃথা অভিমান প্রযুক্ত আপনাকে স্বাধীন রাজার ন্যায় জ্ঞান করিয়া থাকেন।

যে সকল ব্যক্তি এই আন্দোলন উপস্থিত করিয়া কালকূট গরলের ন্যায় অনর্গল কটু বাক্য প্রয়োগ করিতেছেন, ফ্রেণ্ড অব ইণ্ডিয়া তাঁহাদিগের সেনানী। তাঁহাদিগের এইটী করা নিতান্ত দরকার হইয়াছে যে এ দেশে আর কাহার কোন বিষয়ে অণুমাত্র স্বাধীনতা অথবা প্রাধান্য না থাকে, সমুদায় ভারতবর্ষ মধ্যে তাঁহাদিগেরই কেবল এক মাত্র স্বাধীনতা ও প্রাধান্য হয় এবং গবর্ণমেণ্ট যে যে নবাব ও রাজগণের সহিত অর্থ ও অন্য সম্বন্ধে যে বন্দোবস্ত করিয়াছেন তাহা ভঙ্গ করিয়া কাহাকে কিছু না দেন। ঐ সকল নবাব ও রাজারা সামান্য লোকের ন্যায় গবর্ণমেণ্ট আফিসে রবিসন অথবা ডিক্রজের সোপানাৎক চরণপ্রহার সহ্য করিয়া চাকরী করিয়া জীবিকা নির্ব্বাহ করেন, ইহা তাঁহাদিগের (ফ্রেণ্ড অব ইণ্ডিয়া প্রভৃতির) আন্তরিক ইচ্ছা। কিন্তু তাঁহারা গর্ব্বান্ধতা প্রযুক্ত বুঝিয়া উঠিতে পারিতেছেন না যে গবর্ণমেণ্ট এখন যে রাজনীতির অনুসরণ করিতেছেন, তন্মূলকই তাঁহাদিগের উত্তরোত্তর রাজ্যের শ্রীবৃদ্ধি হইতেছে। ইহার বিপরীত করিলে বিপরীত হইবে সন্দেহ নাই। প্রাচীন রোমের শ্রীবৃদ্ধির সময় কখন্? যখন চতুর্দ্দিকে ভিন্ন ভিন্ন স্বাধীন রাজা ছিল, সেই সময়ই কি শ্রীবৃদ্ধির সময় নয়? রোম যখন ক্রমে ক্রমে সকলকে নিজ অধীন প্রজার ন্যায় করিয়া তুলেন, সেই সময়েই কি তাহার শ্রীভ্রংশ হইতে আরম্ভ হয় না? ...জ্যের প্রতিযোগিতা কি ইংলণ্ডের উন্নতির নিমিত্ত নহে? যদি এমন দিন উপস্থিত হয়, পৃথিবীর মধ্যে ইংলণ্ড ভিন্ন স্বতন্ত্র রাজা না থাকে, তখন কি ইংলণ্ড স্রোতঃশূন্য স্থিরপানীয় নদ্যাদির ন্যায় ক্রমে বিকৃত হইয়া যাইবে না? আমরা ফ্রেণ্ড অব ইণ্ডিয়ার বিষয়ে যে কথা কহিলাম, মুরশিদাবাদ ও হাইদরাবাদের নবাব ও টিপুসুলতানের বংশীয়দিগের প্রতি তাঁহার আক্রোশ বাক্যই তাহা প্রমাণ করিয়া দিবে।

বঙ্গদেশীয় ব্যাঙ্ক

বঙ্গদেশীয় ব্যাঙ্কের অধ্যক্ষগণ তাঁহাদিগের ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ করিয়াছেন। ব্যাঙ্ক এক্ষণে সাধারণ ধনাগার হওয়াতে তথায় সমুদায় ভারতবর্ষের টাকা জমা ও তথা হইতে সমুদায় ব্যয় হইতেছে। তাঁহাদিগের যেমন কাজ বাড়িয়াছে, তেমন তাঁহারা শ্রমের অতিরিক্ত লাভ পাইতেছেন। এবার অংশীরা ইনকম টাক্স বাদে ১৪ টাকা শতকরা লাভ পাইয়াছেন। প্রত্যেক অংশ ৪০০০ অবধি ৮২০০ টাকায় বিক্রীত হইতেছে।

আমরা পূর্ব্বেই প্রতিবাদ করিয়াছিলাম, ব্যাঙ্ককে অধিকতর ক্ষমতা ও লাভ দেওয়া হইতেছে। অধ্যক্ষেরা তাহা এক প্রকার স্বীকার করিয়াছেন। ট্রেজরিতে যে ৪৩,৬০৬ টাকা আফিসের ব্যয় হইত, তাহা ব্যাঙ্ককে দেওয়া হইয়াছে। তাঁহারা প্রত্যহ যত নোট প্রচলিত করিতে পারিবেন, তাহাতে শতকরা বার আনা লাভ পাইবেন। গবর্ণমেণ্টের তহবিলে যে নগদ টাকা থাকিবে, তাহা তাঁহারা স্বেচ্ছা পূর্ব্বক গবর্ণমেণ্টের কাগজ, রেইলওয়ের অংশ প্রভৃতিতে খাটাইয়া লাভ করিতে পারিবেন। গবর্ণমেণ্ট সেই লাভের অংশী নহেন। কিন্তু যদি গবর্ণমেণ্টের কাগজে ক্ষতি হয়, তাহা গবর্ণমেণ্টেরই হইবে! নোটের নিমিত্ত যে ৭০ লক্ষ টাকা প্রতিভূস্বরূপ আছে তাহা তাঁহারা আপনাদিগে... বিবেচনানুসারে খাটাইতে পারিবেন... নোট জাল ও চুরি প্রভৃতি হইয়া ... ক্ষতি হইবে, তাহা ব্যাঙ্কেরই হইবে। গব... র্ণমেণ্টের পক্ষ দুই জন অধ্যক্ষ থাকিবেন... এক জন ইনস্পেক্টর মধ্যে মধ্যে তত্ত্বা... ধান করিবেন।

ব্যাঙ্ককে অনেক ক্ষমতা দেওয়া হ... য়াছে। বিশেষতঃ অনেক বিষয়ে তাঁহাদি... গের বিবেচনার উপরেই নির্ভর করা হ... য়াছে। কোন্ ব্যক্তি বলিতে পারেন যে তাঁহারা ঐ ক্ষমতার অযথোচিত বিনিয়োগ... করিবেন না। সাধারণের অর্থ এই প্রকারে কয়েক জন সামান্য বণিকের হস্তে দিয়া তাঁহাদিগের ক্ষমতার সীমা বদ্ধ করিয়া না দেওয়া অত্যন্ত অন্যায় হইয়াছে। নোটের দরুন শতকরা বার আনা ব্যাঙ্ককে দিবার যে কথা হইয়াছে, তাহাতে আমরা প্রতি... বাদী নহি। উইলসন সাহেবের প্রস্তাব... বিভাগ ও কমিসনর নিয়োগ হইলে ই... হার চতুর্গুণ ব্যয় হইত। কিন্তু নোটের প্রতিভূস্বরূপ টাকা ও সাধারণের জমা... টাকার উপর তাঁহাদিগকে অসীম ক্ষমতা দেওয়া বিধেয় হইতেছে না। ব্যাঙ্কের সপ... ক্ষেরা বলেন, গবর্ণমেণ্টের জমা টাকা ব্যা... হইলে তাঁহারা ব্যাঙ্কের টাকা লইতে পারি... বেন। সত্য, কিন্তু আপাততঃ সাধারণ টাকা খাটাইয়া ব্যাঙ্ক অপরিমিত লাভ করিতে চলিলেন; লাভ তাঁহাদিগের, ক্ষতি সর্ব্বসাধারণের! এই বন্দোবস্ত দ্বারা ভারত... বর্ষীয় গবর্ণমেণ্টের সুবিবেচনা প্রকাশ হয় নাই। সর চারলস উড তাঁহাদিগকে যে... অধিকার করিয়াছেন এই নিমিত্ত তাহা অ... ন্যায় হয় নাই। তিনি এক জন ফিনান্সি... য়ার, তাঁহার মত লইয়া উক্ত নিয়ম করা উচিত ছিল। পাঁচ বৎসর পর্য্যন্ত ব্যা... ঙ্কের সহিত এই বন্দোবস্ত থাকিবে। কয়েক জন বণিকের সুবিধার নিমিত্ত এত দিন সর্ব্ব সাধারণের ক্ষতি হওয়া ন্যায্য...

হিতেছে না, সর চারলস উডের মতের অনুসরণ করাই কর্ত্তব্য।

ইংলণ্ডীয় মহাসভায় ভারতবর্ষীয় প্রতিনিধি নিয়োগের আবশ্যকতা।

বর্ত্তমান সভ্যতম সময়ের রাজনীতিজ্ঞদিগের মত এই (এই মতই বিশুদ্ধ) যখন যে দেশে নূতন কর নির্দ্ধারণ করিতে হইবে, তদ্দেশবাসিদিগের মতগ্রহণ না করিয়া তাহা করা বিধেয় নহে এবং সেই কর ব্যয় করিতে হইলে তাহাদিগের অথবা তাঁহাদিগের প্রতিনিধিগণের মত গ্রহণ নিতান্ত আবশ্যক। যে অবধি প্রতিনিধি দ্বারা শাসন প্রণালী সংস্থাপনের রীতি প্রবর্ত্তিত হইয়াছে, সেই অবধি এই নিয়ম হইয়া আসিতেছে। ইংলণ্ডে এই নিয়ম আছে; ইটালি তাহার অনুসরণ করিয়াছেন; ফরাশী সম্রাট অসীম ক্ষমতাশালী হইয়াও এ বিষয়ে স্বতন্ত্র ও প্রজাদিগের মতনিরপেক্ষ হইয়া কার্য্যকারী নহেন; সম্রাট আলেক্জাণ্ডর রুশীয়ায় এই প্রথা প্রবর্ত্তিত করিতে উদ্যত হইয়াছেন। আমেরিকার স্বাধীনতা লাভের মূল কি? ইংলণ্ডীয় মহাসভা তত্রত্য লোকদিগের অসম্মতিতে কর স্থাপনের চেষ্টা করাতেই তাদৃশ মহাসাম্রাজ্য হইতে বঞ্চিত হইয়াছেন। আপনারা আপনাদিগের অর্থের ব্যয় ভার প্রাপ্ত হইলে করদাতার কেবল যে সুখ স্বচ্ছন্দ হয় এরূপ নহে, গবর্ণমেণ্টেরও সবিশেষ কল্যাণ লাভ হইয়া থাকে। যে দেশে এই নিয়ম আছে, তথায় শাসন কর্ত্তা ও শাসিত উভয়েই পরস্পর সদ্ভাব সম্পন্ন ও সৌভাগ্যশালী দৃষ্ট হইয়া থাকেন। যে সমস্ত চিহ্ন দ্বারা সভ্য ও অসভ্য কালের ভেদ করা যায় এই নিয়মটী তন্মধ্যে একটী প্রধান। অসভ্য রাজারা কর নির্দ্ধারণাদি কালে প্রজার সুখ স্বচ্ছন্দ, মনের ভাব ও ইচ্ছা প্রভৃতি কোন বিষয়েরই অনুসন্ধান করেন না, তাঁহারা আপনাদিগের স্বার্থ ও ইচ্ছার অনুসরণ করিয়াই ঐ সকল কার্য্য করিয়া থাকেন। পক্ষান্তরে, সভ্যরাজগণ সেরূপ করেন না।

আমরা উপরে সভ্য ও অসভ্য রাজগণের যে ব্যবহার ভেদের বিষয় উল্লেখ করিলাম, ভারতবর্ষে কি উহার অনুসারী কার্য্যানুষ্ঠান হইয়া থাকে? আমরা যে কর দিয়া থাকি, তাহার বিষয়ে কি কিছু বলিতে পারি? ব্যয়ের বিষয়ে কি আমাদিগের হাত আছে? আমরা ভারতবর্ষবাসী, ভারতবর্ষীয় গবর্ণমেণ্টই যে কেবল স্বেচ্ছাক্রমে নূতনবিধ কর স্থাপন ও তাহার ব্যয় সমাধান করেন এরূপ নহে; আমাদিগকে অন্য এক গবর্ণমেণ্টের ইচ্ছাপরাধীন হইয়া চলিতে হয়। সে গবর্ণমেণ্ট ইংলণ্ডস্থ। যত দিন আমরা ইহার প্রতিকার করিতে না পারিব, তত দিন আমাদিগকে কষ্ট সহ্য করিতে হইবে সন্দেহ নাই। ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট ভারতবর্ষীয় গবর্ণমেণ্টকে লোহিত সমুদ্রের টেলিগ্রাফ সম্বন্ধে অর্থ দানের যে অনুমতি করেন, আমরা পূর্ব্বে তাহার প্রতিবাদ করিয়াছি, ভবিষ্যতে যাহাতে ভারতবর্ষের রাজস্ব ইংলণ্ডীয় গবর্ণমেণ্টের স্বেচ্ছানুসারে ব্যয়িত না হয়, সে চেষ্টা করা আমাদিগের প্রধান কর্ত্তব্য কর্ম্ম। কিন্তু তাহার প্রকৃত উপায় কি? ভারতবর্ষের কয়েক জন প্রতিনিধি ইংলণ্ডীয় মহাসভায় প্রবেশ করিতে না পারিলে সে উদ্ধার হইবার সম্ভাবনা নাই। আমাদিগের দেশের যাবতীয় গুরুতর কর্ত্তব্যাকর্ত্তব্য ইংলণ্ডে স্থির হয়। কয়েক জন অনভিজ্ঞ ব্যক্তি যে কথা বলেন, মহাসভা তাহাতে ' হাঁ ' দিয়া যান। কিন্তু আমাদিগের যথার্থ প্রার্থনীয়, যথার্থ কষ্ট, অসহ্য অত্যাচার, সামাজিক দুরবস্থা ও দেশীয় লোকের মনের ভাব প্রভৃতি বিষয়ের প্রায় কিছু জানিতে পারেন না। ইহা অহঙ্কারে লোর্ট মিস্কেপের তুল্য হইয়াছে। মহাসভায় ভারতবর্ষের কয়েক জন প্রতিনিধি থাকিলে অজ্ঞতা মূলক এই সকল অনিষ্ট ঘটিতে পারিবে না। প্রতিনিধি থাকিলে ইংলণ্ডীয় মহাসভা ও গবর্ণমেণ্ট অনেক অন্যায় অপবাদ হইতে মুক্ত হইতে পারিবেন। ভারতবর্ষের মঙ্গলের ত কথাই নাই। যাবতীয় বিষয়ের যথাযথ অবস্থা ইংলণ্ডে বর্ণিত হইলে এ দেশে অপেক্ষাকৃত অল্প বিশৃঙ্খলা ঘটিবে সন্দেহ নাই। ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট ও মহাসভা ভারতবর্ষের প্রতি অন্যায় ব্যবহার করিতে অনুরক্ত, এ কথা বলা আমাদিগের অভিপ্রেত নহে। তাঁহাদিগের সুবিচার জগদ্বিখ্যাত। আমরা তাহার প্রতিবাদী নহি। তাঁহারা ভারতবর্ষের বিষয় ভালরূপ জানেন না বলিয়াই তাঁহাদিগের সদভিপ্রায় সকল সম্যক ফলোপধায়ী হয় না। প্রতিনিধি থাকিলে কেবল যে ভারতবর্ষের উন্নতিপথ পরিষ্কৃত হইবে এরূপ নহে, ইংলণ্ডীয় গবর্ণমেণ্টের অজ্ঞতা নিবন্ধন যে সমস্ত অনিষ্ট ঘটিতেছে, তাহারও সম্যক নিবারণ হইবে। পরিশেষে আমরা পুনর্ব্বার স্বদেশীয়দিগকে এ বিষয়ে যত্নবান হইতে অনুরোধ করিতেছি। কায়মনোবাক্যে যত্ন করুন অবশ্যই অভীষ্ট লাভে সমর্থ হইবেন।

লণ্ডন ২৫এ মে, ১৮৬২।—

শ্রী। সম্পাদক! পূর্ব্ব পত্রে লণ্ডনের শিল্প বিন্যাস নিকেতনসম্বন্ধে ১লা মের ব্যাপার যৎসামান্যরূপে লিপিবদ্ধ করিয়াছি, অদ্য উক্ত অট্টালিকার যাবতীয় অসংখ্য এবং অদ্ভুত পদার্থ সংগৃহীত হইয়াছে, তন্মধ্যে কতিপয় বস্তুর সংক্ষেপ বর্ণন করিতেছি। অট্টালিকাস্থিত সমুদায় পদার্থের যথা বিস্তারিত বর্ণন করিতে গেলে বহুসংখ্য প্রকাণ্ড পুস্তক লিখিতে হয়, অতএব আমি কেবল কয়েক সামগ্রীর নামোল্লেখ মাত্র করিয়া সন্তুষ্ট হইব।

অষ্ট্রেলিয়ার উপনিবেশাদি ইংলণ্ড ও অন্যান্য জাতির মধ্যে প্রধান রূপে বিভক্ত, এবং ইংরেজদের অধীনজাতি সকল ইংরেজদের মধ্যেই ভুক্ত হইয়াছে। শিল্প দুই প্রকার। শ্রম সাধ্য শিল্প, ও সুশিল্প। শ্রম সাধ্য শিল্প জাত বস্তু ত্রিবিধ, (১) অসম্পন্ন সামগ্রী, যথা, ধাতু দ্রব্য, তুলা, পট্ট, উর্ণা ইত্যাদি। (২) যন্ত্র অর্থাৎ যে সকল কৌশলের দ্বারা অসম্পন্ন সামগ্রী সকল মনুষ্যের ব্যবহারে আনয়ন করা যায়। এবং (৩) সম্পন্ন সামগ্রী, যথা অলঙ্কার, বস্ত্র ইত্যাদি। চিত্র, প্রস্তরাদি নির্ম্মিত প্রতিমূর্ত্তি প্রভৃতি পদার্থকে সুশিল্প জাত বলা যায়। প্রদর্শনের নিকেতনে উভয় প্রকার শিল্প জাত বস্তু সংগৃহীত হইয়াছে। শ্রম সাধ্য শিল্প ৩৬ শ্রেণিতে বিভক্ত। ১৬০০০ বিদেশীয়, ৫০০০ ইংরেজ, এবং ২০০০ ইংরেজদের অধীন জাতীয়, সর্ব্ব শুদ্ধ ২৩০০০ শিল্পকর আপনাদের নৈপুণ্য প্রদর্শন করিয়াছে। সুশিল্প জাত বস্তুর মধ্যে ইংরেজেরা একশত বর্ষের অন্তর্গত ২০০০ পদার্থ প্রদর্শন করিয়াছেন অবশিষ্ট যে সকল পদার্থ সংগৃহীত হইয়াছে, তাহা বিদেশীয়।

শ্রম সাধ্য শিল্পের ১ম শ্রেণি ধাতু ও আকরীয় দ্রব্য। আকর হইতে কয়লা প্রভৃতি দ্রব্য যে রূপে সংগৃহীত হয়, তাহার কতিপয় প্রতিরূপ প্রদর্শিত হইয়াছে।

২য় শ্রেণিতে রসায়নোপযোগী প্রভৃতি বিবিধ দ্রব্য। চিকিৎসা বিদ্যার যাবতীয় বস্তু উপযোজিত হইয়াছে, এখানে তৎসমুদায় একত্রিত।

৩য় শ্রেণি খাদ্য সামগ্রী, সংরক্ষিত ফলাদি, পানীয়, তাম্রকূট প্রভৃতি।

৪র্থ শ্রেণি শিল্প কার্য্যে ব্যবহার্য্য প্রাণি ও উদ্ভিদ জাত বস্তু, মসলা, রবর প্রভৃতি।

৫ম, ৭ম, ৮ম, এবং ১০ম শ্রেণিতে বিবিধ বাষ্পীয় যন্ত্রাদি। কতক যন্ত্র স্থির, এবং কতক গুলি চলিষ্ণু। রাম্‌স্‌বটম নামক শিল্পকর এমত কৌশল প্রকাশ করিয়াছেন যে রেলওয়েতে এঞ্জিনের টেণ্ডারে জল লইবার জন্য থামিতে হইবে না। আরবদেশে উষ্ট্র যেমন স্বীয় উদর হইতে জল আকর্ষণ করিয়া তৃষ্ণা শান্তি করে, উক্ত যন্ত্রও সেই রূপ করিবে। এতদ্ব্যতীত ধূমাকারী বাষ্পীয় যন্ত্র প্রদর্শিত হইয়াছে। তাহা চলিবার সময় ধূম নির্গত হইবে না। ফরাসীশেরা দুইটি যন্ত্র প্রদর্শন করিয়াছেন, তাহাদের প্রত্যেকের মূল্য ৬০ হাজার টাকার তুল্য। সূচী নির্ম্মাণ, অক্ষর নির্ম্মাণ মুদ্রা যন্ত্র, তুলার চক্র প্রভৃতি অশেষ বিধ প্রয়োজনীয় যন্ত্রের সংখ্যা করা দুষ্কর। কৃষি বিদ্যা সংক্রান্ত কতক গুলি যন্ত্র সাতিশয় উপকারী। কয়েক বৎসরাবধি কৃষি কার্য্যে বাষ্পীয় যন্ত্র নিয়োজিত হইয়াছে। যুদ্ধ বিদ্যার উপযোগী অস্ত্র শস্ত্র বিবিধ প্রকার। কয়েকটি প্রকাণ্ড তোপ প্রদর্শিত হইয়াছে।

১১শ, ১৩শ, ২৫শ, এবং ২৬শ শ্রেণিতে নানা বিধ বিদ্যা বিষয়ক যন্ত্র, দূরবীক্ষণ, অণুবীক্ষণ, এক প্রকার চমৎকার বার্ত্তা বাহক যন্ত্র প্রভৃতি নানা বস্তু প্রত্যক্ষ হয়।

১৪শ শ্রেণিতে ফটগ্রাফ সম্পর্কীয় বিবিধ যন্ত্র। মনুষ্যের আকৃতি সমান আলোক-চিত্র সকল প্রদর্শিত হইয়াছে।

১৫শ, ও ২৮শ শ্রেণিতে নানাবিধ ঘটিকা যন্ত্র। একবৎসর ফিরাইতে হইবে না এমত ঘটিকা প্রদর্শিত হইয়াছে। কোন ঘটিকায় পৃথিবীর সমস্ত স্থানের সময় নিরূপিত রহিয়াছে।

তৃণ নির্ম্মিত কাগজাদিতে পৃথিবীর উপকার হইবে সন্দেহ নাই। ঐরূপ নানা প্রকার কাগজ একত্রিত হইয়াছে।

ইংলণ্ড ব্যাঙ্ক এমত এক "নোট" প্রদর্শন করিয়াছেন, যে কেহ তাহা কৃত্রিম করিতে পারিবে না।

১৬শ শ্রেণিতে নানা প্রকার বাদ্য যন্ত্র, এবং ১৭শ শ্রেণিতে শস্ত্র চিকিৎসা সংক্রান্ত নানা যন্ত্র।

১৮শ অবধি ২৪শ এবং ২৭শ শ্রেণিতে, তুলা, শণ, পট্ট, উর্ণা, জাত ও নির্ম্মিত বস্ত্র সকল এবং উপানহ প্রভৃতি চর্ম্মজ দ্রব্য।

২৯শ শ্রেণিতে শিক্ষা সংক্রান্ত বস্তু সকল। পুস্তক পুত্তলিকাদিগকে শিক্ষা দিবার উপকরণ ইত্যাদি।

অন্যান্য শ্রেণিতে লৌহ যন্ত্র সকল প্রদর্শিত হইয়াছে। তাহাদের সংখ্যা করিয়া উঠি, এমত অবকাশ নাই।

ইংরেজদের অধীন নানা দেশ হইতে নানা ... আগত হইয়াছে চীনদেশ হইতে পট্টবস্ত্র, বখমল, মৃত্তিকার বাসন প্রভৃতি। সিংহল দ্বীপ হইতে কাফি, দারুচিনি, মুক্তাদি মরীচ উপদ্বীপ হইতে উৎকৃষ্ট শর্করা, ও ফলাদি। অষ্ট্রেলিয়া হইতে কাষ্ঠফল, উর্ণাজ বস্ত্র, গোধূম প্রভৃতি এবং ১৮৫১ সাল অবধি বর্ত্তমান সময় পর্য্যন্ত ২১৭৫ মণ পরিমিত অর্থাৎ ১০৩০,০০০,০৭০ টাকা মূল্যের যে স্বর্ণ আকর হইতে সংগৃহীত হইয়াছে, তাহার এক স্বর্ণ মণ্ডিত প্রতি রূপ স্তম্ভ আগত হইয়াছে। নিউ জীলণ্ড হইতে তিমি মৎস্য ধরিবার নৌকা প্রভৃতি। আফ্রিকা ও আমেরিকার ইংরেজাধীন অংশ হইতে তাদৃশ উৎকৃষ্ট দ্রব্যাদি প্রেরিত হয় নাই।

ভারতবর্ষ এখানে কি ভাব ধারণ করিয়াছেন, তাহা জানিবার নিমিত্ত আমাদের সাতিশয় ঔৎসুক্য জন্মিতে পারে। অষ্ট্রেলিয়ার নিমিত্ত গৃহের মধ্যে ১০০০০ চতুরস্র ফীট আমাদের দেশের নিমিত্ত নিয়োজিত হইয়াছে। প্রথমেই বঙ্গদেশ জাত বস্তু প্রত্যক্ষ হয়। তিল ও সর্ষপ বীজ, তৈল, রজনির্য্যাস, রেশম বস্ত্র, ও কাষ্ঠাদি নানা দ্রব্য একত্রিত হইয়াছে। আসাম কাছাড় শ্রীহট্ট, দারজীলিঙ্গ, দেরাদুন গড়ওয়াল প্রভৃতি স্থানের চা অতিশয় প্রয়োজনীয় বলিয়া প্রদর্শিত হইয়াছে। সমুদায়ে প্রায় ৬০০০ প্রকার বস্তু আমাদের দেশের প্রদর্শন করিতেছে। দিল্লী হইতে হস্তিদন্তের উপর চিত্র সকল আগত হইয়াছে, তন্মধ্যে এক মন্দিরের অভ্যন্তর বিষয়ক চিত্র অনেকের মন আকর্ষণ করিতেছে। লক্ষ্ণৌনগরে যে সকল ফটগ্রাফ গৃহীত হয়, তাহার কতিপয় বিচিত্র প্রতিরূপ প্রদর্শিত হইয়াছে। কলিকাতার চিকণ কর্ম্ম, তন্তুবায়ের চূড়ান্ত নৈপুণ্য প্রকাশ করিতেছে। কাশ্মীরের বনাতের উপর পট্ট ... র্ম, ও দিল্লীর জাল অতি উৎকৃষ্ট। নানা প্রকার গালিচা ও দুলিচা, ও শ্রীনগরের ও ... মৃতসরের শাল সাতিশয় মনোহর। গুজরাট ও পঞ্জাবের ফক্কৎগোরি অর্থাৎ স্বর্ণ নির্ম্মিত লৌহ কর্ম্ম সকল প্রশংসা যোগ্য। পট্টজ বিবিধ প্রকার এবং উৎকৃষ্ট, বারাণসীর কিংখাবের তুলনা নাই, তাহাদের মূল্যও সা... ত। পঞ্জাব, মীরাট, ও বরাহনগর (আলিপুর?) স্থিত কারাগারের বন্দীদিগের প্রস্তুত নানাবিধ বস্তু প্রদর্শিত হইয়াছে। নানা প্রকা...

গঞ্জের নমুনা, মুঙ্গেরের ঘড়ের কর্ম্ম, মেদে-
র কড়ু নির্ম্মিত কর্ম্ম, লাহোরের পাকপক্কন
র্য্য, এবং কৃষ্ণনগরের মানব প্রতিমূর্ত্তি কৌ-
ল জনক। কাষ্ঠ, হস্তিদন্ত, প্রস্তর প্রভৃতির
পর খোদিত কর্ম্মের বহু প্রকার নমুনা, কিন্তু
পুরের হস্তিদন্ত খোদিত কর্ম্মের তুল্য অত
ল্প নহে। যিনি কদাপি শ্রীহট্টের বৌপ্য কর্ম্ম
খিয়াছেন, তিনি তাঁহার নির্ম্মিপাদিত প্র-
সা বিষয়ে কোন ক্রমেই সন্দিহান হইবেন
। অসভ্য উড়িষ্যাদিগের এই একটি মাত্র
শ। ঢাকার বস্ত্রের নামোল্লেখ মাত্র যথেষ্ট।
বাই প্রদেশ হইতে নানা অসম্পন্ন সামগ্রী
ভীত্ত বিবিধ পদার্থের উপর খোদিত কর্ম্ম,
বি ব্যবহারোপযোগী যন্ত্রাদির প্রতিরূপ
ভৃতি প্রেরিত হইয়াছে। মান্দ্রাজের ভাগ
ল্প বটে, কিন্তু শাল, এবং চিত্রণ কর্ম্মের
র্ন, ও অন্যান্য কতক গুলি দ্রব্য সমাগত
ইয়াছে। ব্রহ্মদেশ, ষবদ্বীপ, অস্ট্রাল পূর্ব্ব
ঞ্চলীয় দেশ হইতে ধাতু দ্রব্য, হস্তিমুক্ত, ব-
ল্য প্রস্তর, ও স্বর্ণকণা প্রভৃতি পদার্থ প্রে-
ত হইয়াছে। ব্রহ্মদেশীয় কতিপয় কৌতুক
নক চিত্র লোকের হাস্যোৎপাদন করি-
ছে।

ফরাশীশ জাতির শ্রমের নিদর্শন অবশ্য
তি উৎকৃষ্ট, তাঁহারা অশেষবিধ বস্তু প্রদ-
ন করিয়াছেন, তাঁহাদের বাষ্পীয় যন্ত্র সকল
ত্ভুত বলিলে হয়।

অষ্ট্রিয়া হইতে নানাবিধ অসম্পন্ন সাম
ী, বীট্রুট জাত শর্করা প্রদর্শিত হইয়া-
। উক্ত দেশে প্রতি বর্ষে ১,৩৭২ ০০০ মণ
রিষ্কৃত বীট শর্করা উৎপন্ন হইয়া থাকে।

প্রুসিয়ার অধর নির্ম্মিত ... রমণী
। রুষ লোকেরা ... কতক
কল প্রেরণ করিয়াছেন।

বৃটিশ জাত ... এক ...
ছে বলিলে হয়, কারণ যে ... শিল্প
চিত্রাদি ছিল, তাহার অধিক ...
ইয়াছে। দেশের সর্ব্বাংশ হইতে ...
লেরা বহু মূল্য শিল্প দ্রব্য সকল ...
ছেন।

এই মহৎ ব্যাপার সম্বন্ধে বক্তব্য এই যে
ংরাজীশেরা পাঞ্চ নামক পত্রে নানা প্রকার
কৌতুক জনক চিত্র প্রকাশ করিতেছেন। এক-
টি চিত্রের তাৎপর্য্য এই যে কয়েক দিন এক্
জিবিশনে প্রবেশের দক্ষিণা ১০ টাকা ছিল,
তন্মধ্যে এক দিন এক জন কাণা ব্যক্তি ৫ টাকা
দিয়া প্রবেশের চেষ্টা করিতেছে। আর এক
টির তাৎপর্য্য এই ব্রহ্মানিকাযুক্ত নানা সজ্জেব
ভারতবর্ষীয় একটি শিশু প্রদর্শন করিয়াছে।

অট্টালিকার প্রবেশের দ্বারে যেরূপ টাকা
সংগৃহীত হইতেছে, তাহা অভূত পূর্ব্ব।

আমেরিকা হইতে যুদ্ধের সমাচার আগত
হইয়াছে। নিউ অর্লিন্স ও উত্তর নগর কে-
ডেরল্দের হস্ত গত হইয়াছে, তাহাদের
সম্মুখে কনফেডরেটরা স্থির হইতে পারিতে-
ছেন না, ইহাতে এমত দৃঢ় ভরসা হইতেছে
যে এই যুদ্ধে দর্শক্ষ জয় লাভ করিবে।

ইণ্ডিয়ান ডেলী নিউজ পত্র সম্পাদক ভ্রম পূর্ব্বক
লিখিয়াছেন যে বর্ত্তমান ইণ্ডাজিবিশনের অট্টা-
লিকা হাইড্ পার্কে নির্ম্মিত হইয়াছে, বস্তুতঃ
উহা উক্ত স্থান হইতে কিয়দ্দূরে ক্রটন না
মক উপনগরে স্থাপিত হইয়াছে।

ফরাশীশ দেশে যে গোলযোগ হইবার
সম্ভাবনা হইয়াছিল, তাহা নিরস্ত হইয়াছে।

লর্ড ক্যানিং স্বদেশে উত্তীর্ণ হইয়াছেন।

উ. মিটচেল গুপ্ত।

বিবিধ সংবাদ।

১৪এ আষাঢ় সোমবার।

আমরা অত্যন্ত দুঃখিত হইয়া নিম্ন লি-
খিত টেলিগ্রাফের সংবাদ প্রকাশ করিতেছি
" লণ্ডন, ১৯এ জুন গতকল্য কারল বানি
কের মৃত্যু হইয়াছে। মিসিসিপি নদীতে একটী
জলযুদ্ধ হইয়া গিয়াছে। বিদ্রোহিদিগের রণ
তরি সমূহ এক কালে বিনষ্ট হইয়াছে। মেম্ফি-
স নগরীয়েরা আত্মসমর্পণ করিয়াছে। বিদ্রো-
হীরা রাইটফুর্ট ত্যাগ করিয়াছে। গবর্ণমেণ্টের
সেনারা রোচিল নগরের সম্মুখে উপস্থিত হ-
ইয়াছে। চারলস টৌনের সন্ধি করণ জন্য
দিক প্রাপ্ত করিয়াছেন। ‍গত সপ্তাহের ওয়া-
শিটন নগরের বিপদের সংবাদ সত্য নহে।

বোম্বাই নগরে রাজস্ব দেশীয় অহিফেনের
মূল্য ... টাকায় বিক্রীত হইতেছে। চীন
... অহিফেনের মূল্য বৃদ্ধি হইয়াছে।

মহীশূরের কমিসনর বাউরিঙ্গ সাহেব ভ
ত্ত্য বাটির টাক্স উঠাইয়া দিয়াছেন। অনে-
কে ইহা সুবিধা জ্ঞান করিবেন, কিন্তু বস্তুতঃ
তাহা নহে।

আমরা নিশ্চয় রূপে শ্রবণ করিয়াছি ভা-
রতবর্ষীয় গবর্ণমেণ্ট কাবুলের যুদ্ধে হস্তার্পণ
করিবেন না। লার্ড পামরষ্টন মহাসভায় ব-
লিয়াছেন পারস্য দেশীয় রাজা এযুদ্ধের বিষ-
য়ে হস্তার্পণ করেন নাই। ইহা সুলতান আমীর
ও দোস্ত মহম্মদ খাঁর গৃহবিবাদ মাত্র।

দক্ষিণ কেরোলক্ত সম্পাদক সর বার্টল ফ্রিয়া-
রের পুনার দরবারের বিষয় প্রকাশ করিয়াছে-
ন। উক্ত দরবারে এতদ্দেশীয় ও ইউরোপীয়
উভয়বিধ লোক উপস্থিত ছিলেন এবং সক-
লেই শাসন কর্ত্তার বিনয় ও ভদ্রতায় সন্তোষ
লাভ করিয়াছেন।

উক্ত পত্রে ভ্রাগণ রেজিমেণ্টের কর্ণেল
ক্রলি আত্মরক্ষা হেতু দুইখানি পত্র প্রকাশিত
করিয়াছেন। তাঁহার নামে সামরিক বিচারাল-
য়ে অনেক অপবাদ দেওয়া হয়। কয়েক জন
অফিসর তাহা সত্য বলিয়া শপথ করেন।
কিন্তু উহাদিগের কথা মিথ্যা সপ্রমাণ হইয়া-
ছে। অবশ্যই স্বীকার করিতে হইবে ভূতপূর্ব্ব
কোম্পানির অফিসরেরা রাজকীয় অফিসর-
দিগের অপেক্ষা ভদ্রলোক ছিলেন।

দিল্লীগেজেট সম্পাদক বলেন, কয়েক দি-
ন অবধি কয়েক ব্যক্তি আগরার ম্যাজে-
ষ্ট্রেট মাজিষ্ট্রেটের বাটীতে রাত্রিযোগে ঢিল
ফেলিতেছে। সম্পাদক নিজে কয়েক খানি
ইট পড়িতে দেখিয়াছেন। ম্যাজিষ্ট্রেটের বাটী
তে ইট পড়া শব্দ এয়।

ইংলিসম্যান সম্পাদক লিখিয়াছেন সম্প্র-
তি যশিদোরে যে ৮ জন সিপাহীকে বধ করি-
য়াছে তাহা পেশোক্ত ব্যক্তিদিগের দোষেই
ঘটিয়াছে। তাহারা সেনাদলের কতক হইতে
হইয়া যাইতেছিল। একটি নিম্ন দেশের নিকটে
অস্ত্র একত্রিত করিয়া বাখিয়া তাহারা স্নান
করিতে গমন করে, এমন সময়ে বন্য জাতী
য়েরা আসিয়া তাহাদিগের প্রাণ সংহার করি-
য়াছে। গারোজাতীয় এক দল সম্প্রতি ত্রিপু-
রার রাজার অধিকারে প্রবেশ করিয়া কয়েক
খানি গ্রাম লুট করিয়াছে। এই বন্যদিগকে
পর্ব্বত হইতে বহিষ্কৃত করিয়া দেশের মধ্যস্থ
লে অথবা কোন দ্বীপে বাস করিতে দেওয়া
কর্ত্তব্য।

গত শনিবারের গেজেটে প্রকাশিত হইয়াছে ১২টি নূতন ছোট আদালত হইয়াছে। দশজন সদর আলা ও দুই জন বারিষ্টর ইহার বিচারপতি পদে নিযুক্ত হইয়াছেন। কয়েক জন উপযুক্ত সদরআলাকে প্রথম শ্রেণিস্থ করা হইয়াছে। গবর্ণমেণ্ট সদরআলাদিগকে বারিষ্টর অপেক্ষা বিচক্ষণ বিচারপতি জ্ঞান করেন ইহা বিশেষ আহ্লাদের বিষয়।

জোসেফ কারবেরি ও তাঁহার ভগিনী দেউলিয়া হইবার আশয়ে আদালতে উপস্থিত হইয়াছেন। তাঁহাদিগের মাতা কয়েক বৎসর পূর্ব্বে দেউলিয়া হওয়াতে তাঁহারা বস্ত্র বিক্রয়ের কার্য্য আরম্ভ করেন। এই সকল দেউলিয়াদিগের অবস্থা বিশেষ রূপে অবগত হওয়া উচিত।

পূর্ব্ববাঙ্গলার রেইলওয়ের এজেণ্ট আফিসের এক জন পাগওয়ালা ৭১১ ॥১০ চুরি করাতে তাহাকে সেসিয়ানে সমর্পণ করা হইয়াছে।

বিশ্বমনোরঞ্জন পত্রিকার এক জন পত্রপ্রেরক বলেন মালদহের পীবরবংশীয় একটি স্ত্রীলোক তিন বৎসর গর্ভধারণ করিয়া সম্প্রতি মাংসপিণ্ড মাত্র দুইটি সন্তান প্রসব করিয়া প্রাণত্যাগ করিয়াছে। চিকিৎসা শাস্ত্রের অনুসন্ধানের উপযুক্ত বিষয় সন্দেহ নাই।

২৫এ আষাঢ় মঙ্গলবার।

হরিনাভির অন্তঃপাতী দেহড়দা হইতে শ্রীযুক্ত কৈলাসচন্দ্র রায় মহাশয় ব্রহ্মসমাজে দিবার নিমিত্ত আমাদিগের নিকট পাঁচ টাকা ও নিম্ন লিখিত পত্র পাঠাইয়াছেন।

"সম্পাদক মহাশয়! শীঘ্র আমার কন্যার অন্নপ্রাশন ক্রিয়া সম্পন্ন হইবেক। তদুপলক্ষে কতু ব্যয় করিতে হইবেক। কিন্তু শীঘ্র আম [illegible] সর্ব্বাগ্রে করুণানিধান জগদীশ্বরের নিকট শুভ প্রার্থনা করা, এবং [illegible] বিষয়ে দান করা অবশ্য কর্ত্তব্য বিবেচনায় এই পত্রের ভিতরে ৫ পাঁচ টাকার পোষ্টষ্টাম্প মহাশয়ের নিকট পাঠাইলাম। মহাশয় অনুগ্রহ প্রকাশ পূর্ব্বক উক্ত টাকা কলিকাতা ব্রহ্মসমাজে পাঠাইয়া দিবেন। [illegible] এই টাকা বাহির হইতেছে [illegible]

[illegible]

২৩এ আষাঢ়।"

সাহরণ পুরের এক জেলা [illegible] এক [illegible] দারোগা ১০,০০০ টাকা তহবিল তছরূপ করাতে তাহাকে হাজতে দিয়া ১০০০০, টাকার জামিন চাহা হয়। সে তাহা দিতে অক্ষম [illegible] তাহাকে তত্রত্য মাজিষ্ট্রেট কারাগারে প্রেরণ করেন। তথায় সে পাগল হইয়া [illegible] তাহার স্ত্রী গবর্ণমেণ্টের নিকটে [illegible] আবেদন করিয়াছে যে কারাগারে তাহার প্রাণত্যাগ হইয়াছে। তত্রত্য সিবিল সরজন সাহেব বলেন এ মিথ্যা কথা। যাহা হউক, আমাদিগের এই আশ্চর্য্য বোধ হইতেছে, এক জন শ্রীবৃদ্ধিকারী ১০০০০ টাকা বাহির করে নাই, তন্নিমিত্ত তাহার মিয়াদ হইল।

এক্ষণে এতদ্দেশীয় রাজগণের অপবাদ দেওয়া একটী প্রথা হইয়া উঠিয়াছে। অযোধ্যা গেজেটে এক জন লিখিয়াছেন, জঙ্গ বাহাদুর ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের প্রতি অনাস্থা প্রকাশ করিয়া বলিয়াছেন যে তিনি শীঘ্র অযোধ্যা আক্রমণ করিবেন। জঙ্গ বাহাদুর ইউরোপীয়দিগকে নেপালের বনে শীকার করিতে নিষেধ করিয়াছিলেন, ইহাই কি এরূপ লিখিবার কারণ?

দিল্লী গেজেটের সংবাদদাতা বলেন, মহারাজ রণবীর সিংহ প্রজাদিগের উপর অত্যন্ত অত্যাচার করিতেছেন। তিনি নিজে কাশ্মীরের প্রায় সমুদায় বাণিজ্য একচেটিয়া করিয়াছেন। শালের তাঁতিরা তাঁহার ক্রীতদাসের ন্যায়। রাজা সকল দ্রব্যের উপর অপরিমিত কর লইয়া থাকেন। তাঁহার রাজস্বের শেষ দশা উপস্থিত।

২৬এ আষাঢ় বুধবার

টাইমস অব ইণ্ডিয়া সম্পাদক কাবুল হইতে সংবাদ প্রাপ্ত হইয়াছেন, সম্প্রতি দোস্ত মহম্মদের সহিত সুলতান জানের এক ভয়ঙ্কর যুদ্ধ হইয়া গিয়াছে। ইহার ফলাফল জানা যায় নাই।

মান্দ্রাজে যে সকল নোট প্রেরিত হইয়াছে তন্মধ্যে তামিল ভাষার নম্বর না থাকাতে তত্রত্য লোকেরা তাহা লইতে অসম্মত হই[illegible] নোটের পরিবর্ত্তে টাকা [illegible]

[illegible]

[illegible] উত্তর পশ্চিম প্রদেশ সমূহের পল্লীগ্রামস্থ বিদ্যালয়ের ব্যয়ের জন্য এক প্রকার [illegible] স্থাপন করিতেছেন। [illegible] করিবার এই একটী প্রধান [illegible]

চিনিদের হুগলীস্থিত সংবাদদাতা [illegible]ন, তত্রত্য ইউরোপীয় সৈনিক [illegible] দেশে প্রেরণ করা হইতেছে। যত [illegible]

২৭এ আষাঢ় বৃহস্পতিবার।

গত কল্য এক্সচেঞ্জে নিম্ন লিখিত টাকার অহিফেন বিক্রীত হইয়াছে—

	বাক্স	মোট
বেহারের	১৩০৫	১৮,৫৮,৩৫০
কাশীর	১২৫৫	১৫,৩৩,৩০০

[illegible] নগরে সম্প্রতি তুলার মহাজনদিগের সহিত তুলার কৃষকদিগের একটী বিবাদ হইয়া গিয়াছে। মহাজনেরা এক প্রকার মূল্য নির্দ্ধারিত করিয়াছিলেন কিন্তু মহাজনেরা [illegible] হাতে [illegible] অনেক তাহার [illegible] করিয়াছেন [illegible] কৃষকেরা পূর্ব্ব [illegible] উভয় [illegible] এক্ষণকার [illegible] ও বোম্বাই [illegible] তত্রই [illegible] হরণ বিষয়ে

ইণ্ডিয়ান এম্পায়ারে লিখিত হইয়াছে, ফরাশীরা লোহিত সমুদ্রে এক ছাউনী করিয়াছে। সমাত্রার নিকটবর্ত্তি একটী দ্বীপ [illegible]গের হস্তগত হইয়াছে। সম্রাট নেপোলিয়ান [illegible] বিখ্যাত কলবার্টের প্রণালীতে ফরাশী [illegible] বেশ করিতেছেন।

অযোধ্যা গেজেট সম্পাদক বলেন, তত্রত্য ১৯ গণিত অশ্বারোহী সেনাদলের মেজর গফ গুলিদ্বারা আত্মহত্যা করিবার চেষ্টা করেন। গুলি তাঁহার বাম কক্ষ দিয়া গমন করিয়াছে। তাঁহার জীবন সংশয়। ইউরোপীয় সেনাদলে অনুসন্ধান করিলে আত্মহত্যার [illegible] গোপনীয় কারণ বাহির হইতে পারে।

টাইমস অব ইণ্ডিয়ার মান্দ্রাজস্থিত সংবাদ দাতা বলেন, সর উইলিয়ম ডেনিসন নিজ পদ ত্যাগ করিতে ইচ্ছুক নহেন। তাঁহার অনেক পরিবার এবং অল্প মাত্র সম্পত্তি [illegible]

[illegible]

[illegible] হইবে। [illegible] গবর্ণমেণ্ট [illegible] ই মিনিটের [illegible] অনেক বার উইলি[illegible] ডেনিসনকে তিরস্কার করিয়াছেন। তাহার [illegible]

অন্য কোন দোষনাই। তিনি কেবল য় অলস। ঐত রোগ।

চরিতে আর্কট হইতে যে শস্য প্রেরি- তাহার শুল্ক লওয়াতে ফরাসীশাসন র্ণর উইলিয়ম কৌন্সিলের নিকটে তাহা- প্রতিবাদ করেন। তিনি প্রত্যুত্তরে আক্ষেপ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করিয়া শুল্ক প্রত্যর্প করিতে সম্মত হইয়াছেন। এইসকলের নি মিত্তই কি জেমিসন তিরস্কার খান।

নিম্নলিখিত দুজন নোট এবং তাহার প্রতিভূ স্বরূপ নগদ টাকা ও রৌপ্য প্রভৃতি আছে।

	কলিকাতা।	বোম্বাই	মান্দ্রাজ	মোট
প্রচলিত নোট	২,৪৩,০০,০০০	১,৫০,০০,০০০	২৮,০০,০০০	[illegible]
প্রতিভূ স্বরূপ টাকা	১,৯৯,৫১,১২৯	৫৮,০০,০০০	২৮,০০,০০০	[illegible]
অমুদ্রিত রৌপ্য		৯২,০০,০০০		৯২,০০,০০০
গবর্ণমেণ্টের কাগজ	৪৩,৫৮,৮৬১			১৮,৪৮,৬১

মান্দ্রাজে নোট ও প্রতিভূস্বরূপ টাকা উভয় সমান। এই কম্পানির মধ্যে চারি কোটির অধিক নোট প্রচলিত হওয়া সম্ভব হইয়াছে।

কন্দাহারের নিকটে আফগান সেনার সহিত সুলতান জানের একটী যুদ্ধ হইয়াছে। ঐ যুদ্ধে দোস্ত মহম্মদখাঁ পরাজিত হইয়াছেন। সুলতানজানের সন্ধি করিবার অভিপ্রায় [illegible]

[illegible] সময়ে বিলিয়ার্ড গিয়াছেন সর্বদা [illegible] চেষ্টা বাই ভারতবর্ষের [illegible]

র হে। ভারতবর্ষে বালকোবেরের ন্যায় নিয়ত দুই এক জন লোক চাই।

মান্দ্রাজ গবর্ণমেন্ট সাদেমের নিকটে দুই মাইলের বৃক্ষ রোপণ করিতেছেন। সাঁওতাল পরগণার নূতন সিভোনা বৃক্ষের কি হইল।

এরূপ জন শ্রুতি কয়েক রেজিমেন্ট শীক সৈন্য পুনর্বার চীন দেশে প্রেরিত হইবে। বিদ্রোহিদিগকে দমন করা উহার উদ্দেশ্য। শেষে ডিপন ১স লিখিত বানর দ্বারা বিড়াল দ্বয়ের মকদ্দমার নিষ্পত্তির ন্যায় উল্লিখিত বিবাদের নিষ্পত্তি না হয়।

ফিনিক্স সম্পাদক বলেন ভারতবর্ষীয় গবর্ণমেন্টের প্রস্তাবানুসারে ষ্টেট সেক্রেটারি আজ্ঞা দিয়াছেন, যে সকল সৈন্য সময় পূর্ণ হইলে ইংলণ্ডে যাইতে চাহিবে তাহাদিগকে অধিক টাকা দিয়া এদেশীয় সেনাদলে রাখা হইবে। নূতন সৈন্য আনিতে বিস্তর ব্যয় হয়। প্রত্যেক ব্যক্তির প্রতি ২,০০০ টাকা পড়ে কিন্তু পুরাতন সৈনিকদিগকে রাখা হইলে ত্রিবিধ উপকার হইবে। প্রথমতঃ পুরাতন সুশিক্ষিত সৈন্য পাওয়া যাইবে, দ্বিতীয়তঃ নূতন সেনা আনিবার ব্যয় সংক্ষেপ হইবে, তৃতীয়তঃ ভারতবর্ষের নামে যে ১৬০০০ সৈন্য ইংলণ্ডে আছে, তাহাদিগকে রাখিবার আর প্রয়োজন করিবে না। শেষোক্তটি আমাদিগের আশাতীত।

ঢক্কা সম্পাদক বলেন বড় খালের ঘাটে অনেক ইউরোপীয় খালাসী বিনা কাজে কালে মত্ত করে। পুলিস কর্মচারিদিগের এতন্নিবারণ অবশ্য কর্তব্য। খালাসীরা এক প্রকার অবোধ জন্তু, তাহাদিগকে দমনে না রাখিলে তাহারা ঠিক পথে চলিবে কেন।

অযোধ্যাগেজেটের একজন সংবাদদাতা বলেন, রাওসাহেবের হত্যাকারিতা প্রমাণ হইবে না। হেরাল্ড পত্রে রাওসাহেবের যে প্রকার সাহস ও অধ্যবসায়ের বিষয় লিখিত হইয়াছে তাহাতে তিনি যে যুদ্ধের কথা [illegible]

[illegible]

পুলিস কর্মচারিরা তাহাকে মুক্ত করিবার অন্য চেষ্টা করাতে সে তৎপর্যন্ত জানিতে পারে। একদা দুইজন চরের সহিত তাহার সাক্ষাৎ হইলে সে বলিল আমি জানি তোমরা আমাকে ধরিবার চেষ্টায় আছ, অতএব তোমাদিগের প্রধানের নিকটে এই চিহ্ন লইয়া যাও, এই কথা বলিয়া তাহাদিগকে তরবারের আঘাত দিল। সম্প্রতি একজন কালেক্টরের বাটীতে যাইয়া তাহার সহিত রাজস্ব ও বিচার প্রভৃতি বিষয়ে অনেক ক্ষণ কথোপকথন করে, কালেক্টর কতক্ষণ পরে তাহার নাম জিজ্ঞাসা করাতে সে বলিল আমি বিখ্যাত ডাকাইত শঙ্কররাম সিংহ। কালেক্টর তৎক্ষণাৎ পশ্চাতে হটিয়া এক বিনামার পিস্তল লইবার চেষ্টা করাতে শঙ্কর কহিল সাহেব তোমার পিস্তল ঐ বেঞ্চের উপর আছে, সাহেব উহার যাইতে যাইতে শঙ্কররাম [illegible] পথ বাহির হইয়া গেল। আমরা ইংলণ্ডীয় রবিনহুডের গল্প শ্রবণ করিয়াছি। কিন্তু ভারতবর্ষীয় শঙ্কর রাম রবিন হুডের নিকৃষ্ট নহে।

গবর্ণমেন্ট আজ্ঞা করিয়াছেন গবর্ণমেন্ট ওয়ার্কের ব্যয়ের জন্য যে টাকা আবশ্যক তাহার অতিরিক্ত টাকা দেওয়া হইবে না। [illegible] মাসের চেকের টাকা অন্য মাসে দেওয়া হইবে না। পাবলিক ওয়ার্কের অপব্যয় নিবারণ নিমিত্ত কি এই চেষ্টা হইতেছে।

প্রভাকরের নেপালের সংবাদদাতা বলেন, তিব্বৎ দেশে কয়েকজন লামা নেপালীয় একব্যক্তিকে বধ করাতে উভয় রাজ্যে যুদ্ধ হইবার সম্ভাবনা হয়। কিন্তু তিব্বতের মেকী হত্যাকারিদিগকে নেপালে প্রেরণ করাতে সেই আশঙ্কা দূর হয়।

উক্ত সংবাদদাতা আরও বলেন মহারাজ জঙ্গবাহাদুর আপনার দুই পুত্রকে ইংলণ্ডীয় সামরিক বিদ্যালয়ে শিক্ষা দিবার অভিলাষ করিয়া গবর্ণর জেনরলের নিকটে আবেদন করেন। কিন্তু গবর্ণর জেনেরল এই বলিয়া তাঁহার আবেদন গ্রাহ্য করেন নাই যে যাঁহারা কোন কোম্পানীর সেনাদলে প্রবেশ করিবেন তাহারাই উক্ত বিদ্যালয়ে [illegible] [illegible] নেপালের [illegible] জঙ্গ আমাদের পুত্রদিগকে [illegible]

কটে প্রেরণ করুন ফরাসীসম্রাট আজ্ঞাদিত হইয়া উঁহাদিগকে নিজ সামরিক বিদ্যালয়ে প্রবেশ করিতে দিবেন। এ উভয়ে সকল দিক রক্ষা হইয়াছে।

২৮এ আষাঢ় শুক্রবার।

অদ্য লার্ড ক্যানিঙের মৃত্যুসূচক ২১টি তোপ হইয়াছে। যাবতীয় ষ্টেসনে এই প্রকার হইবে।

টাইমস অব ইণ্ডিয়া এতদ্দেশীয় চিকিৎসকের কার্য্যের প্রার্থিদিগকে ইংলণ্ডীয় গবর্ণমেণ্টের নামে তত্রত্য প্রধান বিচারালয়ে নালীশ করিতে কহিয়াছেন, মহাসভা যে আইন করেন, সে আইনের বহির্ভূত কার্য্য করিলে বিচারপতিরা তাহা রহিত করিতে পারেন। হর্সগার্ডের অধ্যক্ষেরা উল্লিখিত বিষয়ে মহাসভার কৃত নিয়মের বিরুদ্ধ কার্য্য করিয়াছেন, যাহা হউক বিচারালয়ে ইহার প্রতিকার হইবে না। সংস্কার দোষ অত্যন্ত প্রবল।

হরকরা সম্পাদক দুর্গা দু হিলির কয়েক খানি প্রশংসা পত্র প্রকাশ করিয়াছেন। সে চীন দেশীয় যুদ্ধে সবিশেষ সাহস প্রকাশ করাতে সর রবর্ট নেপিয়র তাহাকে এক জন সেনাপতি করিবার অনুরোধ করেন। সম্পাদক কি উক্ত স্ত্রীহত্যাকারির জীবন রক্ষার চেষ্টা পাইতেছেন?

এক দাসী বাবু জগচ্চন্দ্র মুখোপাধ্যায়ের বাটী হইতে প্রায় ২০০০ টাকার অলঙ্কার অপহরণ করিয়া তাহার উপপতিকে দেয়। তাহাদিগকে সেসিয়নে সমর্পণ করা হইয়াছে।

ইণ্ডিয়ান রিফর্মর বিবেচনা করেন এতদ্দেশীয়দিগকে আনিষ্টাণ্ট সরজনের পদ হইতে বহিষ্কৃত করা অন্যায় হয় নাই। ইউরোপীয় ও খ্রীষ্টীয়ানেরা এতদ্দেশীয় হিন্দু চিকিৎসকদিগকে যদি আপনাদিগের পরিবারের চিকিৎসা করিতে না দেন, তবে তাঁহাদিগের দোষ দেওয়া যায় না। খৃষ্টধর্ম্ম পূত পরিবারে অপবিত্র লোক গমন করিলে যদি সেই পবিত্র পরিবারের অপবিত্রতা হয়, তাহা হইলে ধর্ম্মবল কি?

২৯এ আষাঢ় শনিবার।

উড়িষ্যার জুয়ং যুদ্ধের শেষ হইয়াছে। খন্দপ্রভৃতি বন্যজাতীরা যে উৎপাত আরম্ভ করিয়াছিল, সম্পূর্ণ রূপে তাহার শান্তি হইয়াছে। অর্দ্ধভিয়ার গোলযোগ কবে যাইবে?

হরকরা সম্পাদক বলেন মুরশিদাবাদের নাবিমের নামে যেকিটাকা প্রস্তুত করিবার যে অপরাধ দেওয়া হয় তিনি তাহা হইতে মুক্ত হইয়াছেন। এই সুযোগ পাইয়া ফ্রেণ্ড অব ইণ্ডিয়া নবাবের চরিত্রে দোষ দিয়াছিলেন না?

চীনদেশে সেনা প্রেরণ সংবাদ অসত্য নয়।

সমাচার হিন্দুস্থানী সম্পাদক বলেন ফ্রেণ্ড অব ইণ্ডিয়ার হায়দরাবাদের নবাবের বিপক্ষে প্রস্তাব সকল ভ্রম মূলক বোধ হয়, নবাবের অবমাননা করা ও কর্ণেল ডেবিডসনকে দূরীভূত করিয়া ফ্রেণ্ডের কোন মিলে টাগী বন্ধুকে তথায় প্রেরণ করা ঐ সকল প্রস্তাব লিখিবার উদ্দেশ্য।

আমেরিকার যুদ্ধের ক্রমশঃ শেষ হইয়া আসিতেছে। গবর্ণমেণ্টের সেনারা বিদ্রোহী দিগের যাবতীয় প্রধান নগর অধিকার করিয়াছে। যুদ্ধ শীঘ্র শেষ হইলেই ভাল।

নিম্নলিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ বিক্রীত হইতেছে।

৪ টাকার সিকা	৯১। — ৯১॥
৪ টাকার কোম্পানির	৯৩। — ৯৩॥
৫ টাকার ঐ	১০৪॥ —১০৪৸
৫॥ টাকার ঐ	১১২। — ১১২৶

১০ ই জুন পর্য্যন্তের ইউরোপীয় সমাচার।

পোর্ট রয়্যালস্থিত বিদ্রোহী সেনার সেনাপতি ব্যাকরুকে উইঞ্চেষ্টর নগরে আক্রমণ করিয়া পটমাক নদী পারে সেবিনাথে দূরীভূত করিয়াছে। ওয়াসিংটনের লোকেরা অতিশয় ভীত হইয়াছিলেন। সভাপতি (লিঙ্কলন) যুদ্ধ সম্পর্কে রেইলওয়ে আপনার অধীনস্থ করেন; সেনা সংগৃহীত হওয়াতে সেনাপতি ব্যাঙ্কে সব সাহায্যের জন্য সৈন্য প্রেরিত হয়। বিদ্রোহীরা উইঞ্চেষ্টরে প্রত্যাগমন করিয়াছে।

সেনাপতি মাকডুয়াল ফ্রেডারিক্সবর্গ হইতে রিচমণ্ডের দিগে অগ্রসর হইয়াছেন। সেনাপতি মাকিলান হানবার কোর্ট হাউস লইয়াছেন এবং এক্ষণে তিনি সমুদয় সৈন্যের সহিত তত্রত্য রাজধানীর পাঁচক্রোশ দূরে অবস্থিতি করিতেছেন

মিসিসিপিস্থিত [illegible] হস্তগত হইয়াছে।

পামর্ষ্টন সাহেব [illegible] প্রস্তাব করেন তাহা অগ্রাহ্য হইয়াছে [illegible] তাঁহার পক্ষে ও ৩৬৭ জন তাঁহার [illegible] কাশ করিয়াছেন। [illegible] সাহেব [illegible] যে সংশোধন প্রস্তাব করিবার [illegible] তাহা পরিত্যাগ করিয়াছেন।

ইটালীর মহাসভা এই অভিপ্রায় প্রকাশ [illegible] দিয়াছেন মন্ত্রিসমাজের প্রতি তাঁহাদিগের [illegible] বিশ্বাস নাই। ইটালি রাজ্যে আয়অপেক্ষা ব্য[য়] অধিক হইতেছে, কিন্তু আর হইবার [illegible] উত্তম উপায় আছে; এবং সিন্ধুর লোকে [illegible] বাদের নিদানে সন্তোষ প্রকাশ করিয়াছেন।

ফরাসী সেনারা মেক্সিকো নগরের [illegible] ক্রোশ দূরে অবস্থিতি করিতেছে। এরূপ [illegible] তি তত্রত্য সেনাদলকে পরাজিত করা হইয়া[ছে] ফ্রান্স হইতে আরো অধিক সেনা প্রেরি[ত] হইবে।

টাইরলে অনেকে অষ্ট্রীয় সেনা সমবে[ত] হইতেছে। অষ্ট্রীয় সেনাদলে আরো অধিক [illegible] ব্রিগেড (১৮,০০০) সেনা প্রেরিত হইতে[ছে]।

১লা জুলাই অসবর্ণে রাজকুমারী আলি[সের] সহিত হেসিয় রাজকুমার লুইর বিব[াহ] হইবে।

মিসর দেশীয় রাজপ্রতিনিধি পাশ্চাত্য [illegible] লণ্ডনে উপনীত হইয়াছেন।

১১ই জুন জাপান দেশীয় দূতগণ ইংল[ণ্ড] ত্যাগ করিয়াছেন।

লোহিত সমুদ্র ও ভারতবর্ষীয় টেলিগ[্রাফ] কোম্পানির বিল হাউস অব লার্ডসে দ্বি[তীয়] বার পঠিত হইয়াছে।

১৭ই জুন লার্ড কানিঙের মৃত্যু হইয়াছে।

রিচমণ্ডস্থিত বিদ্রোহীরা গবর্ণমেণ্ট [illegible] এক অংশকে আক্রমণ করিয়া অনেক কামান [illegible] হস্তগত করে। পর দিবস পুনর্ব্বার [illegible] আরম্ভ হওয়াতে বিদ্রোহীরা পলাইয়া আ[পনা] দিগের শিবির মধ্যে প্রবিষ্ট হইয়াছে। [illegible] ৭০০০ লোক হত হইয়াছে।

বিদ্রোহীরা করিন্থ ত্যাগ করিয়াছে। [illegible] পিতে তাহাদিগের রণতরি পরাজিত হই[য়াছে] গবর্ণমেণ্ট মেম্ফিস নগর অধিকৃত করি[য়াছে]।

সেনাপতি ব্যাঙ্কস মহাশয় সেনাদিগের পুনর্ব্বার পটমাক নদী পার হইয়াছেন।

গবর্ণমেণ্টের সেনাপতি বটলর নিউ [অর্লি]য়েন্সের স্ত্রীলোকদিগের নিন্দাসূচক এক

পত্র প্রকাশ হওয়াতে [illegible] লোকে তাঁহার উপর ক্রুদ্ধ হইয়াছেন।

ফরাসী সৈন্যেরা [illegible] মেকসিকার সেনাদিগের নিকটে পরাজিত হইয়াছে। ফ্রান্স হইতে নূতন সেনা প্রেরিত হইতেছে।

[illegible] বলিয়াছিলেন, ফ্রান্স ও ইংলণ্ড আমেরিকার যুদ্ধ [illegible] করিবেন, কিন্তু আমরা [illegible] করিয়াছেন আপাততঃ এ ইচ্ছা নাই।

পোপ রোম নগরের পুরোহিতদিগকে তাঁহার [illegible] করিবার অনুরোধ করিয়াছেন। পুরোহিতেরা তাহাতে সম্মত হইয়া এক ঘোষণা পত্র প্রচার করিয়াছেন।

[illegible] মহাসভা রাজাকে এক এড্রেস দিয়াছেন [illegible] ইটালীয়দিগের রোমে উপরে অধিকার আছে।

[illegible] জন শ্রুতি, রুশীয়ার গবর্ণমেণ্ট বলিয়াছেন, পোলণ্ডের যে সকল লোক ইটালিতে পলায়ন করিয়াছে, যদি তাহাদিগকে সেনাদল ভুক্ত না করা হয় তাহা হইলে তাঁহারা ভিক্টর ইমানুয়েলকে ইটালির রাজা বলিয়া স্বীকার করিবেন।

লার্ডপামরষ্টন মহাসভায় সেনাপতি বটলরের ঘোষণার প্রতি দোষারোপ করিয়াছেন।

এমত জন শ্রুতি পোপ ফরাসী গবর্ণমেণ্টকে কহিয়াছেন তিনি ইটালির রাজার সহিত সন্ধি করিবেন না।

তুরস্কের সহিত সরবিয়ার লোকদিগের বড়ই গোলযোগ উপস্থিত হইয়াছে।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালা দেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

৫ জুন—সাহাবাদের প্রথম বিভাগের আসেসর ডেপুটী কালেক্টর এস. ডি. আনন্দ সাহেব [illegible] মার্চ অবধি নিজ কর্ম্ম ব্যতিরিক্ত বকেয়ার [illegible] আসেসরের কার্য্যের ভার পাইবা-

৯ এ জুন—প্রেসিডেন্সি কালেজের গণিত সহকারী অধ্যাপক জে. এম. রিজ সাহেব [illegible] কর্ম্ম করিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য উক্ত [illegible] জ্যোতিষ ও [illegible] প্রতিনিধি [illegible] নির্ব্বাহ করিবেন।

[illegible] কানাইলাল দে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রেসিডেন্সি কালেজের [illegible] প্রতিনিধি [illegible] হইবেন।

নিম্নলিখিত কর্ম্মচারীরা ৩০ মে ও ৫ ই জুন সহকারী কমিসনরের পদে নিযুক্ত হইয়া পশ্চাল্লিখিত স্থানে গিয়াছেন।

লেপ্টেনাণ্ট এ, ই কাবেল, মণ্ডলা।
" এ, এল, [illegible] গোয়ালপাড়া।
" এল. [illegible], লক্ষ্মীপুর।

এ. ডি. জোন্স সাহেব ইটাপ ও [illegible] প্রতিনিধি সুপরিন্টেণ্ডেণ্ট হইবেন।

এচ. বেল সাহেব যশোহরের ছোট আদালতের প্রতিনিধি জজ হইবেন। অপর, তিনি মাগুরা [illegible], কোটচাঁদপুর ও নড়াইলের ছোট আদালতের প্রতিনিধি হইবেন

জে. [illegible] সাহেব বঙ্গদেশীয় গবর্ণমেণ্টের প্রতিনিধি অণ্ডর সেক্রেটারি হইবেন।

এচ. এল. ডাম্পিয়র সাহেব তাঁহার বর্ত্তমান কর্ম্ম ভিন্ন নদীয়া বিভাগের প্রতিনিধি কমিসনরের কর্ম্ম করিবেন।

১লা জুলাই—গবর্ণর জেনরলের অনুমতি ক্রমে লেপ্টেনেণ্টগবর্ণর ১৮৬০ অব্দের ৪২ আইন অনুসারে নিম্ন লিখিত স্থানে ছোট আদালত সংস্থাপিত করিলেন।

১	মুঙ্গের	৭	নাটোর
২	ভাগলপুর	৮	পাবনা
৩	সেরাজগঞ্জ	৯	হুগলী
৪	কুমারখালী	১০	চট্টগ্রাম
৫	ফরিদপুর		মেদিনীপুর
৬	রামপুরবোয়ালিয়া	১২	কটক

উক্ত আইনের ৭ ধারানুসারে উক্ত আদালতের ক্ষমতার বিষয় নিম্নে লিখিত হইল।

মুঙ্গের—ইহা সদর মুনসেফের সীমা।

ভাগলপুর	ঐ
সেরাজগঞ্জ	ঐ
কুমারখালি	ঐ
ফরিদপুর	ঐ
রামপুরবোয়ালিয়া	ঐ
নাটোর	ঐ
পাবনা	ঐ
হুগলী	ঐ
কটক	ঐ
মেদিনীপুর	ঐ

১লা জুলাই—মৌলবী মহম্মদ বাকির মুঙ্গেরের ছোট আদালতের জজ হইয়া উক্ত জেলার প্রধান সদর আমিনের ক্ষমতা পাইবেন।

বাবু প্যারীমোহন বন্দ্যোপাধ্যায় সেরাজগঞ্জের ছোটআদালতের জজ হইয়া পাবনা জেলার প্রধান সদর আমিনের ক্ষমতা পাইবেন।

বাবু দিগম্বর বিশ্বাস কুমারখালির ছোটআদালতের জজ হইয়া পাবনা জেলার প্রধান সদর আমিনের ক্ষমতা পাইবেন।

বাবু উপেন্দ্রচন্দ্র মজুমদার ফরিদপুরের ছোটআদালতের জজ হইয়া উক্ত জেলার প্রধান সদর আমিনের ক্ষমতা পাইবেন।

বাবু আনন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাজশাহির ছোটআদালতের জজ হইয়া উক্ত জেলার প্রধান সদর আমিনের ক্ষমতা পাইবেন।

ডবলিউ, ডবলিউ সিটন সাহেব নাটোরের ছোটআদালতের জজ হইবেন।

ডবলিউ, রাইট সাহেব পাবনার ছোটআদালতের জজ হইয়া উক্ত জেলার প্রধান সদর আমিনের ক্ষমতা পাইবেন।

বাবু [illegible] বন্দ্যোপাধ্যায় হুগলির ছোট আদালতের জজ হইয়া উক্ত জেলার প্রধান সদর আমিনের ক্ষমতা পাইবেন।

মৌলবী [illegible] কটকের ছোট আদালতের জজ হইয়া উক্ত জেলার প্রধান সদর আমিনের ক্ষমতা পাইবেন।

বাবু কালীশঙ্কর রায় চট্টগ্রামের ছোট আদালতের জজ হইয়া উক্ত জেলার প্রধান সদর আমিনের ক্ষমতা পাইবেন।

সি, ডি, [illegible] সাহেব [illegible] ছোট আদালতের জজ হইবেন।

বাবু কাশীশ্বর মিত্র মুরশিদাবাদের ছোট আদালতের জজ হইয়া উক্ত জেলার প্রধান সদর আমিনের ক্ষমতা পাইবেন।

২১এ জুন—[illegible] অবৈতনিক মাজিষ্ট্রেট [illegible] স্মিথ সাহেব ফৌজদারি আইনের ২১ ধারানুসারে উক্ত জেলার প্রথম শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

উত্তর বিভাগের সহকারী রেবিনিউ সরবেয়ার [illegible] ১লা জুলাই অবধি সংপূর্ণ সরবেয়ার হইবেন।

৩০এ জুন—রঙ্গপুরের অস্থায়ী [illegible] প্রতিনিধি মুনসেফ বাবু মহানন্দ রায় ১৮৫৯ অব্দের ১০ ধারা অনুসারে উক্ত জেলার ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইবেন।

১লা জুলাই—বাবু গোবিন্দ [illegible] পূর্ব্ববর্দ্ধমানের প্রধান সদর [illegible]

৫ই জুলাই—জে. [illegible] কমিটির একজন সভ্য হইবেন।

লেপ্টেনাণ্ট [illegible] আসামে প্রথম শ্রেণির সহকারী পুলিস সুপরিন্টেণ্ডেণ্ট হইবেন।

৭ই জুলাই—এচ. এচ. [illegible] সাহেব বরিশালের সাধারণ বিদ্যা শিক্ষাকার্য্যের কমিটির এক জন সভ্য হইবেন।

প্রেরিত ।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয় সমীপেষু ।

মহাশয় ! কমুক কুম্ভকর্ণাদি যেরূপ যেমন্ত্রাদি ঋতুতে অনাহারে দীর্ঘনিদ্রায় নিদ্রিত থাকে, আমরাও ঐরূপ এপর্য্যন্ত মৃতপ্রায় অবস্থায় ছিল। রোক দিবস অতীত হইল চক্ষু উন্মীলন করিয়া দশ ১০ টি মহুষ্য দ্বারা মুখ শোধন করিয়া লই-লেন। ধীবরেরা পদ্মার বিবরণ হইতে উক্ত ১০ জন মনুষ্যকে মুক্ত করিয়া অত্রত্য ভূম্যধিকারী শ্রীযুক্ত বাবু শ্যামাশঙ্কর চৌধুরী মহাশয়ের নিকট উপস্থিত করে। বাবু ধীবরদিগকে পারিতোষিক স্বরূপ বর্ষাকাল পর্য্যন্ত নিষ্করে পদ্মায় মৎস্য ধরিতে আদেশ করিয়াছেন। অন্যান্য ধীবর ও ভূম্যধিকারিগণও ঐরূপ দৃষ্টান্তের অনুবর্ত্তী হউন।

অদ্য অল্পদিবস হইল। অত্রত্য খেত পোক্তা নিবাসী কৃষ্ণচন্দ্র ডাকাইত পড়িয়াছিল। ডাকাতেরা ১৫১৫ টাকা অপহরণ করে। জাফর গঞ্জের দারোগা ধরিয়া ১২ জন ডাকাইতকে চালান করিয়াছে। শুনিলাম তাহার আসামীর হস্তেও গাকি দণ্ডপাত হইয়াছে। সাধু।

প্রায় ৪।৫ দিবস গত হইল ঢাকার কমিসনর সাহেব ও ফৌজদারির মাজির মকবল আসিয়া মানিকগঞ্জে ডিপুটী মাজিষ্ট্রেটের খানিতে কো করিবেন। বোধ হয় ঢাকার মাজিষ্ট্রেট সাহেবও সঙ্গে আসিবেন। "এক পাগলে রক্ষা নাই, সাত পাগলের মেলা।" ইতি ১৮৬২ ২১জুন।

শ্রীহরিশ্চন্দ্র মিত্র
জাবিদাপুর

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক
মহাশয় সমীপেষু ।

৭ই আষাঢ় বর্দ্ধমানের ব্রাহ্মসমাজের কার্য্য উত্তমরূপে নির্ব্বাহ হইয়া গিয়াছে। বর্দ্ধমানের কমিসনর শ্রীযুক্ত এস্ এস্ হগ্ সাহেব এই সভায় উপস্থিত ছিলেন। প্রথমে শ্রীযুক্ত বাবু নন্দকুমার একটি ব্রহ্ম সংগীত দ্বারা সভাস্থগণকে মোহিত করিলেন। তৎপরে উপাসনারম্ভ হইল, উপাসনান্তে শ্রীযুক্ত বাবু চন্দ্রশিখর বসু (যাঁহার যত্নে উক্ত সমাজ স্থাপিত হয়) একটি সুললিত সুদীর্ঘ বক্তৃতা করিলেন। তদনন্তর নন্দ বাবু সেতারে একটী সংগীত করিলেন। পরে চন্দ্র বাবু গাত্রোত্থান পূর্ব্বক হগ্ সাহেবকে কয়েক খান ব্রাহ্মসমাজের পুস্তক উপঢৌকন দিলেন। সাহেব তাহা গ্রহণ করিয়া ধন্যবাদ প্রদান করিয়া গমন করিলেন। এই সমাজ দর্শন করিয়া তিনি অত্যন্ত আহ্লাদিত হইয়াছেন।

মাতঃ ভারতভূমি! কবে তোমার সন্তানদিগের প্রতি করুণা কটাক্ষপাত করিবে? কবে সকলের মনে ব্রাহ্মধর্ম্মের বীজ অঙ্কুরিত হইবেক? কবে কুসংস্কার সকল একবারেই উচ্ছেদ দশা প্রাপ্ত হইবে? মাতঃ কবেই বা আমরা এই দাসত্ব শৃঙ্খল ছেদন করিব এবং বাণিজ্যে বসতে লক্ষ্মীঃ ইহার তাৎপর্য্য হৃদয়ঙ্গম করিতে সমর্থ হইব। সত্য ধর্ম্মের জ্যোতির অভাবে আমাদিগের এত দুরবস্থা হইয়াছে।

৯ই আষাঢ় ১২৬৯।

শ্রীক্ষেত্রমোহন মিত্র

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু ।

সম্পাদক মহাশয়! এতদ্দেশীয় লবণ ঘটিত অত্যাচার বৃত্তান্ত শুনিয়া থাকিবেন। অত্রত্য নিমক সুপরিণ্টেণ্ডেণ্টের নৃশংস পদাতিকগণ ও কতিপয় ধনলিপ্সু দুরন্ত গোয়েন্দা বসনাভ্যন্তরে কিঞ্চিন্মাত্র লবণ লুক্কায়িত করিয়া নিরন্তর পথে২ ভ্রমণ করে। সময় পাইলে কোন ব্যক্তির গৃহে উক্ত লবণ গোপনে রাখিয়া সেই গৃহস্থামীকে, অথবা কোন নিঃসহায় দুর্ব্বল পথিকের কাপড়ে সমর্পণ করিয়া সেই পথিককে, লবণ অপহরণ করার মিথ্যা অপবাদ দিয়া ধৃত করিয়া তাহারদিগের স্থানে কিঞ্চিং২ উৎকোচ লইয়া ছাড়িয়া দেয়। আমরা চক্ষু দিয়া হইতে এইরূপ স্বচক্ষে দর্শন করিতাম। একারণে কতিপয় উৎকোচদাতার অভিযোগ ক্রমে অত্র নাগওয়ান সবডিবিজনের তদন্ত আশু শ্রীযুক্ত মৌলবি দীন মহম্মদ খান বাহাদুর ডিপুটী মাজিষ্ট্রেটের সাহেবের কতক গুলি অর্থলোলুপ কৌরপাকাদির দণ্ডবিধান হইয়া উল্লিখিত উপদ্রব নিবৃত্ত প্রায় হইয়াছে।

অধুনা জগদীশ্বরের নিকটে প্রার্থনা, যে, তিনি উক্তবোক্তর উক্তপদাভিষিক্ত হইয়া সুবিচার দ্বারা আমাদের শ্রীবৃদ্ধি সাধনে যত্নবান হউন।

২৩এ জুন ১৮৬২

কাঁথী

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয়েষু ।

আমাদের প্রধান সদরআমিন সাহেবের নামে উৎকোচ গ্রহণের অভিযোগ হওয়াতে তিনি সপ্তাহ ও তাঁহার আমিনের তিনি কর্ম্মচারি কর্ম্মচ্যুত হইয়াছেন, মোকদ্দমাটি এখনও বিচার হয় নাই, বিচারের ভার ঢাকা বিভাগের শ্রীযুক্ত কমিসনর সাহেবের প্রতি অর্পিত হইয়াছে।

আমাদের জজ আদালতের সেরেস্তাদারের নামে উৎকোচ গ্রহণের অভিযোগ হইয়াছিল, সুবিচারক শ্রীযুক্ত জজ সাহেব মোকদ্দমা ডিসমিস করিয়াছেন।

এক জন চা-কর সাহেব নীলকর ধরিয়া উঁহাকে অত্রত্য সদর মুন্সেফের কাছারিতে যাইয়া মুন্সেফকে অনেক কটূক্তি ও এক জন পেয়াদাকে পদাঘাতকরণপ্রহার করে, মুন্সেফ সাহেব ফৌজদারী বিধানুসারে তাহার (২০০) দুই শত টাকা দণ্ড করেন, আমাদের জজ সাহেব তাহাকে মুক্ত করিয়াছেন। চা-কর সাহেব ইংরেজ কি না?

শুনিতে পাই আমাদের জজ আদালতের অনুবাদক মহাশয় নাকি উৎকোচ গ্রহণ করেন, যদি এ জনরবটি সত্য হয় তবে তিনি, সুশিক্ষিত সমাজকে অপবিত্র করিতেছেন। ত্বরায় লোক সতর্ক করুন। আমরা শ্রীযুক্ত মহাত্মা জজ সাহেবের অনুগ্রহে এক জন প্রচণ্ডপ্রতাপ কলেক্টর মাজিষ্ট্রেট পাইয়াছি। তিনি এক জন অপূর্ব্ব বিচারক। তাঁহার বিচার কার্য্য শুনিলে কে না চমৎকৃত হইবেন। তিনি এমনি সুবিচারক যে আজি যাহার প্রতি সদয়, কালি তার প্রতি নির্দ্দয়, যাহাকে আজি কোন কর্ম্মে নিযুক্ত করিয়া সুখসাগরে মগ্ন করিতেছেন, কালি আবার বিনা অপরাধে সেই ব্যক্তি তাহারি দ্বারা দুঃখার্ণবে মগ্ন হইতেছে। বিচারালয়ে মোকদ্দমায় লিপ্ত বাদী, প্রতিবাদী ভিন্ন অন্য ব্যক্তির প্রবেশ করিবার সাধ্য কি? দ্বারে দ্বারে যমদূত স্বরূপ প্রহরী, এক জন সম্ভ্রান্ত মুসলমান, কোন কার্য্যোপলক্ষে তাঁহার আফিসে গিয়াছিলেন, তজ্জন্য সাহেব মহাশয় তাঁহার এক টাকা জরিমানা করিয়াছেন। তিনি যে সকল আবেদন পত্র গ্রহণ করেন, তন্মধ্যে যে সকল দরখাস্তে, তাঁহার নিজে হুকুম দিবার ক্ষমতা নাই তাহাতেও তিনি ইচ্ছামত হুকুম প্রদান করেন, আর সেই দরখাস্তে মাজিষ্ট্রেট সাহেবের দস্তখত লিখিয়া তাঁহার দস্তখত করান (সাহেব কিনা তবে আর এতে দোষ কি?) আমাদের মাজিষ্ট্রেট সাহেবেরও দরখাস্ত শুনিবার ...

[illegible] চিত্ত চিত্তে [illegible] সকল [illegible] করিলেন। আমাদের এই জেলার ম্যাজিষ্ট্রেট সা-হেব প্রথার বিদ্যা[illegible] বিলক্ষণ পণ্ডিত তিনি [illegible] এতন্নগরীতে [illegible] ছিলেন, তৎকা[illegible] কালেক্টরীর এক জন কর্ম্মচারীকে [illegible] [illegible] আঘাত করিয়াছিলেন, [illegible] [illegible] হইয়াছিলেন। এতাদৃশ [illegible] বিচার[illegible] পুনর্ব্বার [illegible] [illegible] আহ্লাদিত হইয়া[illegible] যে অত্যন্ত আনন্দ [illegible] অনর্গল নয়ন [illegible] [illegible] বর্ষণ করিতেছেন। [illegible] শ্রীযুত [illegible] ও ম্যাজিষ্ট্রেট [illegible] [illegible] কাছারী করিবার যে একটি [illegible] তাহার শান্তি হইয়াছে আ-[illegible] সীমা কোথায় তিনি এখন নিয়মিত [illegible] কাছারী করেন।

কস্যচিৎ শ্রীহট্ট বাসিনঃ।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয় সমীপেষু।

আপনি অবগত আছেন প্রায় [illegible] হইল আমাদের এই স্থানে একটি গবর্ণমেন্ট [illegible] ডিস্পেনসরি স্থাপিত হইয়াছে। এই ডি-স্পেনসরির নব আসিষ্টান্ট সার্জ্জন শ্রীযুক্ত [illegible] নবীন চন্দ্র মিত্র মহাশয়ের সদ্ব্যবহার [illegible] [illegible] ও তন্নিকটস্থ গ্রামের সর্ব্বসাধারণের বি-[illegible] দীন হীন লোকের অনির্ব্বচনীয় উপকার [illegible] হইতেছে! কিন্তু মহাশয়! দুঃখের বিষয় [illegible] যে, ইহার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি না হইয়া ক্র-[illegible] হ্রাস হইবার উপক্রম ঘটিতেছে। যখন ড[illegible] [illegible] স্থাপিত হয়, [illegible] গ্রামের লো-[illegible] কিছু কিছু সাহায্য করিবেন স্বীকার করি-[illegible] ছিলেন, এক্ষণে তাহা দিতে গেলে বাবুইয়া-[illegible] [illegible] টাকা [illegible] এই নিবি-[illegible] তাঁহারা সেই স্বীকৃত [illegible] অস্বীকার [illegible] করিতেছেন। আর কেহ কেহ বলেন [illegible] আট আনা কিম্বা এক টাকা, [illegible] [illegible] কিছু দিব না, [illegible] [illegible] আমাদের বাটীতে আসিয়া [illegible] চিকিৎসা করিবেন না। [illegible] [illegible] [illegible] সাহেবের [illegible] [illegible] বিদ্যালয়ের [illegible] [illegible] [illegible] হইয়াছেন। [illegible] [illegible] ম্যাজিষ্ট্রেট [illegible] [illegible] [illegible] চেষ্টা, [illegible] ব্রাহ্মসমাজ ও [illegible] বিদ্যালয়ের [illegible] বিদ্যালয় স্থাপন করিবার নিমিত্ত [illegible] ছিলেন। বিদ্যালয় স্থাপন করা [illegible] নিকট [illegible] অভিপ্রায় বড় ভাল বটে কিন্তু [illegible] করিয়া [illegible] অভিপ্রায় পূর্ণ করা [illegible]।

[illegible] আমাদের [illegible] এক জন মৌলবি হাকিম আসিয়াছেন। তিনি [illegible] বিলক্ষণ পরিপক্ক কিন্তু ইংরেজি [illegible] জানেন না। তাঁহাকে [illegible] বাঙ্গলা [illegible] হইবেক। অথবা সবিনয়ে গবর্ণমেন্ট [illegible] এই অনুরোধ করিতেছি, তাঁহারা যেন [illegible] বাবুর মত ম্যাজিষ্ট্রেট নিযুক্ত না করেন।

[illegible] দিন গত হইল আপনকার পত্রি[illegible] [illegible] যে [illegible] গোঁসাই [illegible] [illegible] নামে [illegible] অবলম্বন করিবার [illegible] সাহেবের মিসন বাটীতে আসিয়া [illegible] [illegible] তথায় ৮দিবস [illegible] [illegible] বাবু টির [illegible] আহার করিয়া [illegible] [illegible]। আর অনবরত হইয়াছে যে গোঁ-সাই [illegible] আসিয়াছেন [illegible] যে ঐ [illegible] ক্রমে [illegible] করাইয়া জাতি-তে তুলিবেন।

গ্রীষ্ম ও বর্ষা কালে এখানে সর্পের অতিশয় প্রাদুর্ভাব হয়। গত বৎসরে এক জন মুং[illegible] সর্প দংশনে প্রাণত্যাগ করিয়াছে। এখানে [illegible] বৃদ্ধি হইতেছে। গঙ্গার জল ক্রমশঃ বৃদ্ধি হইতেছে, [illegible] নৌকায় আমদানি [illegible] কলাই তামাক এবং অন্যান্য দ্রব্য পূর্ব্ব-[illegible] অপেক্ষা সুলভ মূল্য হইতেছে। ছিঁচকে চোরের দল বৃদ্ধি হইতেছে, বিশেষতঃ আজি কালি [illegible] চোরটা কিছু অধিক হইয়াছে। মহাশয় [illegible] [illegible] কি সংশোধন হইবে না? রাস্তার [illegible] [illegible] জন্য আজি কালি [illegible] বাহির [illegible] [illegible]। আমাদের চৌকী [illegible] [illegible] প্রাণ গেল।

এক পাঠক।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয়েষু।

[illegible] নিবেদন সম্পাদক মহাশয়! সংপ্রতি [illegible] প্রাদুর্ভাব অতীত হওয়াতে আমি মধ্যে [illegible] [illegible] আরম্ভ করিয়াছি। [illegible] [illegible] কলিকাতা [illegible] করিয়া আসিয়াছি। [illegible] [illegible] লিখিব। প্রথমতঃ রেইলওয়ে [illegible] [illegible] করিয়া আসিয়াছি [illegible] [illegible] প্রবৃত্ত হইলাম। রেইলওয়ের [illegible] [illegible] [illegible] [illegible]। বিশেষতঃ [illegible] তৃতীয় শ্রেণীর [illegible] [illegible] যাত্রীর তাহাদি-[illegible] [illegible] উত্তমরূপে লোকেরা প্রকাশ করে। প্রথমতঃ টিকিট লইবার টিকিট ক্রয় করিতে হয়। [illegible] দিলে তিনি [illegible] আইসেন। [illegible] [illegible] বিলক্ষণ [illegible] [illegible] গাড়িতে উঠিতে [illegible] বিলক্ষণ [illegible] গাড়িতে [illegible] [illegible] নিয়ম আছে [illegible] এক গাড়িতে [illegible] অধিক উঠিতে পারিবে না কিন্তু [illegible] [illegible] এক এক গাড়ীতে ৩০। ৩৫ জন করিয়া পু-[illegible] তাহাতে অস্বীকার করিলে বিলক্ষণ উত্তম মধ্যম দিয়া থাকেন, শুনিতে পাই আপত্তি করিলে সাহেবেরা বলেন যাহারা ভদ্রলোক তা[illegible] তৃতীয় শ্রেণীর গাড়িতে যায় কেন?

[illegible] সকল ভদ্রলোকই কি সমান সঙ্গতি [illegible]। আর যাহারা তৃতীয় শ্রেণির গাড়িতে যায় [illegible] অবশ্যই [illegible]। মনুষ্য বলিয়া তাহাদিগে-[illegible] যে এক প্রকার সম্মান ও অধিকার আছে তা-[illegible] [illegible] নাই, [illegible] এক্ষণকার বি-[illegible] ভদ্র লোক ৺বাবু নবীনচন্দ্র মিত্র [illegible] [illegible] রেইলওয়ের গাড়িতে [illegible] স্বী-কার করিতেন না। তিনি বলিতেন [illegible] [illegible] লোকের প্রতি অত্যন্ত অত্যাচার [illegible] দেখিতে [illegible] কিন্তু [illegible] আমার [illegible] মত নয় [illegible] [illegible] দুই একটা দোষ [illegible] [illegible] [illegible] দোষে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] তাঁহার [illegible] দোষরি, [illegible] [illegible]।

মূল্যপ্রাপ্তি।

[illegible]

১২৬৯ সাল [illegible] হইতে ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত কোং ১০ শ্রীযুক্ত বাবু [illegible] রায় বরিশাল

১২৬৯ ফাল্গুন পর্য্যন্ত কোং ১০ ঐ " বাবু [illegible] মেদিনীপুর

১২৬৯। ১৫ই [illegible] পর্য্যন্ত কোং ১০ ঐ " [illegible] দত্ত মেদিনীপুর

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫ ঐ [illegible] মেদিনীপুর

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫ ঐ [illegible] মেদিনীপুর

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫ ঐ " নবীনচন্দ্র [illegible] মেদিনীপুর

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫ ঐ " [illegible] সেন কলিকাতা।

১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫ ঐ

এই পত্র কলিকাতার দক্ষিণ পূর্ব্ব [illegible] রেলওয়ের [illegible] দক্ষিণ [illegible] গ্রামে শ্রীযুক্ত [illegible] বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার [illegible] প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

" প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং

৪ ভাগ। ৩১ সংখ্যা। } সন ১২৬৯ । ৩ আষাঢ়। ইং ১৮৬২ । ১৬ জুন { বা,১,০ মূল্য ১ টাকা ব র্ষিক অগ্রিম ১০ টাকা

সোমপ্রকাশ।

৩ রা আষাঢ় সোমবার।

মাঞ্চেষ্টরের মজুরদিগের সাহায্য দান।

যে পরিমাণে যে দেশের সভ্যতা বৃদ্ধি হয়, সেই পরিমাণে পৃথিবীর অন্য অন্য ভাগের সহিত তাহার সম্পর্ক হইয়া পরস্পর সবিশেষ উপকার লাভ হইয়া থাকে, ঐরূপ যে সভ্য দেশ সংসর্গে যে পরিমাণে অন্য অন্য দেশরে উপকার লাভ হয়, সেই সভ্য দেশের বিপৎপাত হইলে অন্য অন্য দেশের সেই পরিমাণে অনিষ্ট ঘটিয়া উঠে। ইংলণ্ড ও আমেরিকার বিষয়ে অবিকল এই ঘটনা হইয়াছে। ইংলণ্ড ও আমেরিকা উভয় সভ্য দেশ পরস্পর সম্পর্কে এতদিন পরস্পর বিলক্ষণ লাভবান হইতেছিল, সম্প্রতি আমেরিকার গৃহবিচ্ছেদ হওয়াতে ঐ উভয় দেশই সঙ্কটে পড়িয়াছে।

ইংলণ্ডের সঙ্কট আপাততঃ মাঞ্চেষ্টরের মজুরেতেই স্পষ্ট লক্ষিত হইয়াছে। আমেরিকা হইতে তুলা আনয়ন বন্ধ হওয়াতে মাঞ্চেষ্টরের মজুরদিগের কলগুলি বন্ধ হইয়া গিয়াছে। তাহারা অন্ন বিনা বিপদ্যমান হইবার উপক্রম হইয়াছে। তাহাদিগের সাহায্যার্থ চাঁদা হইতেছে। টাইম্‌স অব ইণ্ডিয়া সম্পাদক এতদ্বিষয়ে সাহায্য দানার্থ এদেশীয়দিগকে আহ্বান করিয়াছেন। হিন্দুপেট্রিয়ট ও ইণ্ডিয়ান ফিল্ড সম্পাদকেরাও তাহার অনুমোদন করিয়াছেন। আমরাও সম্পূর্ণান্তঃ করণে এবিষয়ে এদেশীয়দিগের দান শক্তি বিনিয়োগের অনুরোধ করিতেছি। আমরা যে দেশে থাকি না কেন, বিপদাপন্ন ব্যক্তিদিগের বিপদুদ্ধার চেষ্টা সর্ব্বতোভাবে বিধেয়। বিশেষতঃ ইংলণ্ডের সহিত এদেশের পরস্পর উপকার্য্য ও উপকারক ভাব সম্বন্ধ হইয়াছে। সেদিন ইংলণ্ডীয়েরা উত্তর পশ্চিমাঞ্চলের দুর্ভিক্ষে দানশৌণ্ডতা প্রদর্শন করিয়াছেন। এদেশীয়েরাও আয়লণ্ডের দুর্ভিক্ষকালে সাহায্য দানে বিমুখ হন নাই। কিন্তু আমরা ফিনিক্স সম্পাদকের একটী আশ্চর্য্য ব্যবহার দেখিলাম, তিনি বলেন " যতদিন এরূপ জানা না যাইবে যে ইংলণ্ড হইতে মাঞ্চেষ্টরের মজুর দিগের যথাবশ্যক সহায়তা হইবে না, ততদিন ভারতবর্ষীয়দিগের নিকটে সাহায্য গ্রহণ উচিত নহে। ইহারা অতঃপর গর্ব্ব করিবেন যে ইহারা অন্নাভাবে ম্রিয়মাণ ইংলণ্ড বাসী দিগের সহায়তা করিয়াছেন।"

ইংলিসম্যান সম্পাদক প্রভৃতি এরূপ কহিলে আমরা বিস্ময়াপন্ন হইতাম না। তাহাদিগের মন অনুদার ভাবে পরিপূর্ণ, কিন্তু ফিনিক্স পত্রকে এবম্বিধ অনৌদার্য্য দোষ দূষিত বলিয়া আমাদিগের সংস্কার ছিল না। ইংলণ্ড ও ভারতবর্ষ উভয়ই এক রাজার রাজ্য। এই উভয় রাজ্যের প্রজাগণের পরস্পর বাধ্য বাধকতা হইয়া অকৃত্রিম সৌহার্দ্দ হয়, ইহা কি প্রার্থনীয় নহে? পরস্পর উপকার করা কি সৌহৃদ্য বন্ধনের প্রধানতম উপায় নয়? এক জন প্রাচীন সংস্কৃত কবি কহিয়া গিয়াছেন, সহজ ও প্রাকৃত মিত্রতা ও শত্রুতা অপেক্ষা উপকার ও অপকার নিবন্ধন যে মিত্রতা ও শত্রুতা জন্মে, তাহাই গরীয়সী। *

জুরি।

" জুরি দ্বারা বিচারের প্রথা ইংরাজদিগের স্বাধীনতার প্রধান উপায়। " ব্লাকষ্টোন।

১৮৩১ খৃঃ অব্দে ফ্রান্স ও জর্ম্মণির কয়েক জন প্রধান ব্যবস্থাপক এই অভিপ্রায় প্রকাশ করেন যে জুরি দ্বারা বিচার প্রথা শ্রেয়ঃসাধনী নহে। তন্নিবন্ধন ঐ উভয় দেশে ঐ বিষয়ের তত্ত্বানুসন্ধানার্থ এক এক সভা হয়। উভয় সভাই ভিন্ন ভিন্ন প্রকার সিদ্ধান্ত করেন। ফরাসী সভায় স্থির হইল, জুরি প্রথা অনিষ্টকারিণী নয়। পক্ষান্তরে

* যথা গরীয়ান্ শত্রুঃ কৃত্রিমস্তোহি কার্য্যতঃ ... ন্যা তাবন্মিত্রৌ মিত্রেচ সহজ প্রাকৃতাবপি ॥

মাঘ।

কৃত্রিম (কারণ বশতঃ জাত) শত্রু ও মিত্র গরীয়ান্, যে হেতু উহারা উপকার ও অপকার রূপ কার্য্য বশতঃ শত্রু ও মিত্র হয়। সহজ (সহজাত অর্থাৎ এক শরীরাবয়ব জাত) শত্রু ও মিত্র এবং প্রাকৃত (প্রকৃতিসিদ্ধ) শত্রু ও প্রাকৃত মিত্র, ইহারাও উপকারাপকার নিবন্ধন মিত্র ও শত্রু হইয়া থাকে। সহজ মিত্র মাতৃষ্বস্রাদি পিতৃষ্বস্রাদি ও সহজ শত্রু পিতৃব্য পুত্রাদি, আপনার বিষয়ের পর যাহার বিষয় থাকে, সেই প্রাকৃত শত্রু ও তাহার পর যাহার বিষয় সেই প্রাকৃত মিত্র।

জর্ম্মণির সকলে স্থির করিলেন এ প্রথার অনিষ্ট ভিন্ন ইষ্ট হয় না। অধিকন্তু, জর্ম্মণির কোন কোন স্থানে এই প্রথা উঠিয়া গেল। কিন্তু সন্ন্যাসী সম্রাট লুই ফিলিপ ফ্রান্স হইতে উহা উঠাইয়া দিতে সাহসী হইলেন না।

যদি স্থির চিত্তে জুরি প্রথার দোষ গুণ বিবেচনা করা যায়, ইহা কোন ক্রমেই অনিষ্টকারিণী বলিয়া প্রতীয়মান হয় না। যে বিষয় একাধিক ব্যক্তির বুদ্ধি দ্বারা বিবেচিত হয়, তন্ন তন্ন করিয়া তাহার যেরূপ সূক্ষ্ম বিচার হইয়া থাকে, একের বুদ্ধি দ্বারা সেরূপ হইবার সম্ভাবনা নাই। একের বুদ্ধি সকল সময়ে সকল বিষয়ের অবান্তর ভেদ বোধে সমর্থ হয় না। তবে যে জুরির বিচারে দোষ দেখিতে পাওয়া যায়, সে কেবল বিচারকর্ত্তার ও জুরি মনোনীত করিবার দোষে হয়। জুরি ও বিচারকর্ত্তা উভয়ে ভাল হইলে বিচার ভাল হয় সন্দেহ নাই। জুরি দ্বারা বিচার এমনি প্রশংসনীয় ও ইহা দ্বারা সদ্বিচার হইবার এত সম্ভাবনা আছে যে ইংলণ্ডীয় ব্যারণেরা (প্রধান জমীদারেরা) মাগনা চার্টা নামক স্বাধীনতার মহাসনন্দ গ্রহণ সময়ে প্রকাশ্যরূপে রাজার দ্বারা এই কথা লিখাইয়া লইয়াছিলেন যে "প্রত্যেক ব্যক্তি তাঁহার সমকক্ষ ব্যক্তি দ্বারা বিচারিত হইবেন।"

এই উৎকৃষ্ট বিচার প্রথা এদেশে প্রচলিত হওয়াতে আমরা সর বার্ণেস পিককের নিকটে ঋণী আছি। তাঁহার চেষ্টাতেই এই বিধি এদেশে প্রবর্ত্তিত হয়। কিন্তু বিচারপতির ও জুরি মনোনীত করিবার দোষে ষাঁড়ের গোময়ের ন্যায় ইহা এক প্রকার অব্যবহার্য্য হইয়া উঠিয়াছে।

বিচার পতির দোষে জুরির বিচার যে নষ্ট হয়, আমরা তাহার অনেক উদাহরণ পাইয়াছি। জুরিরা এক প্রকার মত প্রকাশ করিলে যদি তাহা জজের অনভিমত হয়, জজ দ্বিতীয় ও তৃতীয় বার তাঁহাদিগকে পুনর্ব্বিচার করিতে বলেন, ফলতঃ যত ক্ষণ বিচারপতির অভিমত মত দেওয়া না হয়, ততক্ষণ তাঁহাদিগের নিষ্কৃতি থাকে না। অনেক স্থলে জুরিদিগকে অপমান সহ্য করিতে হয়। জজেরা বিচারালয়ে বসিয়াই তাঁহাদিগকে পক্ষপাতী ও অনভিজ্ঞ বলিয়া থাকেন। সে দিন হুগলির অতিরিক্ত জজ বর্চ সাহেব এক মিথ্যা খুনী মকদ্দমায় প্রধান জুরি বাবু দ্বারকানাথ চক্রবর্ত্তিকে "মূর্খ" প্রভৃতি শব্দ প্রয়োগ করিয়া গালি দিয়াছেন। জুরি জজের মতে মত দিয়া এক জন নিরপরাধ ব্যক্তির ফাঁসীর পরামর্শ দিলেন না বলিয়া বর্চ সাহেবের ক্রোধের পরিসীমা ছিল না। লঙ সাহেবের মকদ্দমায় সর মডাণ্টওয়েলস যেরূপে জুরিদিগের অগ্রে মকদ্দমার অবস্থা বর্ণন করেন, তাহা কাহারও অবিদিত নাই।

বিচারপতির দোষের ত এই কথা গেল। জুরি মনোনীত করিবার দোষ এই, অনেক স্থলে অতি অসার ও অপদার্থ ব্যক্তিরাও জুরির পদে প্রতিষ্ঠিত হইতেছেন। তাদৃশ ব্যক্তির দ্বারা যত সৎ ও সূক্ষ্ম বিচার হইবার সম্ভাবনা আছে, তদ্বিষয়ে অধিক বাক্যব্যয় করা বিফল। আমরা গবর্ণমেণ্টকে জুরিদিগের বিষয়ে মনোযোগী হইতে অনুরোধ করিতেছি। বিচারকর্ত্তারা জুরিদিগের অপমান করিলে কোন কৃতবিদ্য ভদ্র লোকে জুরি হইতে চাহিবেন না। মূর্খ লোকদিগকে জুরি করা বিচারের অবমাননা মাত্র। জজেরা মকদ্দমার অবস্থা বর্ণন করিবার সময়ে আপনার মত প্রকাশ করিতে পারেন সন্দেহ নাই। কিন্তু ইংলণ্ডীয় টিণ্ডাল ও লার্ড টেণ্টার্ডেন প্রভৃতি বিচারপতিরা নিযুক্তকালে ঐ স্বত্বের অনুসরণ করিয়া কার্য্য করিতেন না। মত প্রকাশ করিবার অধিকার আছে বলিয়া বিচারপতি কখন জুরিকে একথা বলিতে পারেন না যে "আপনারা এই প্রকার মত দিবেন।" এদেশের বিচারপতিরা এই প্রকারই দিয়া থাকেন। সুবিখ্যাত আইনজ্ঞ লার্ড কোক বলিয়াছেন "জুরি সাক্ষীদিগের বাক্য অনুসারে আপনাদিগের মত প্রকাশ করিবেন।" এদেশে কি তাহা করিতে দেওয়া হইতেছে?

গবর্ণমেণ্টের নিকটে আমাদিগের আর একটি অনুরোধ আছে। মফস্বলে এই নিয়ম আছে হত্যা প্রভৃতি হইলে এক জন চিকিৎসক মৃত ব্যক্তির দেহ ছেদ করিয়া যে কথা বলেন, তাহাই প্রমাণ হয়। ... বর্ত্তীয় চিকিৎসক সুচারুরূপে নিজ নিজ কর্ত্তব্যকর্ম্ম সম্পাদন করিবেন, একরূপ আশা করা বিড়ম্বনা মাত্র। এই নিয়মের দোষে অনেকস্থলে অযথার্থ বিচার হইয়া থাকে। অতএব মফস্বলেও করনারের জুরি নিয়মকরা কর্ত্তব্য। কোন স্থলে হত্যা হইলে যদি কয়েক জন ভদ্রলোক জুরি হইয়া তদ্বিষয়ের প্রথম বিচার করেন, হত্যা গোপন করা সহজ হইবে না।

পরিশেষে আমাদিগের বক্তব্য এই, ব্যবস্থাপকসভায় এদেশীয়দিগের প্রবেশাধিকার দান, উচ্চতম আদালতের বিচারকর্ত্তৃপদে এদেশীয়দিগের নিয়োগ প্রভৃতির ন্যায় জুরিদ্বারা বিচারপ্রথাও এদেশের সমধিক উন্নতিকারিণী সন্দেহ নাই। কিন্তু ব্যক্তি বিশেষের দোষে যদি তাহা প্রতিবদ্ধ হয়, তাহার পর ক্ষোভ আর নাই।

অত্রত্য ইউরোপীয় ও সুপ্রিমকোর্ট।

সুপ্রিমকোর্ট যথার্থই শ্রেণি বিশেষের জয় পরাজয়ের স্থান হইয়াছে। যখন এদেশীয় কোন ব্যক্তি অপরাধ করেন, তখন সুপ্রিমকোর্ট তাঁহার গুরুতর দণ্ড দিয়া... রাই হয়। কিন্তু ইউরোপীয় দোষী হইলে প্রথমতঃ তাহাকে মুক্ত করিবার উপায়

রোপণ করা হয়, নিতান্ত উপায়ন্তর থাকিলে সামান্য দণ্ড দিয়া তাহাকে মুক্ত করা হইয়া থাকে। আমরা অনেক বার দেখিয়াছি যে অপরাধে এক জন এতদ্দেশীয় দ্বীপান্তরিত হইল, সেই অপরাধেই এক জন ইউরোপীয় বড় অধিক ছয়মাস কারাবাসে রহিল।

পাঠকবর্গ হিলি নামক দুরাত্মার বিষয় অবগত হইয়াছেন। মার্চমাসের প্রারম্ভে কলিকাতায় সংবাদ আসিল, সেই দুরাত্মা আকলাণ্ড নামক রাণীগঞ্জস্থিত এক ইউরোপীয়ের বাটীতে আছে। তদনুসারে তিন জন পুলিষকর্মচারী ও রাণীগঞ্জের সহকারী মাজিষ্ট্রেট টুইডি সাহেব আকলণ্ডের বাটী অনুসন্ধান করিতে গমন করিলেন। আকলাণ্ড মাজিষ্ট্রেটের অভিপ্রায় অবগত হইয়া তাঁহাকে গালি দিয়া বাটী হইতে বহিষ্কৃত করিয়া দিবার চেষ্টা পাইল। শুনিতে পাই সে তাঁহার গায়ে হাতও তুলিয়াছিল। মাজিষ্ট্রেট তথাপি জিদ্ করাতে আকলাণ্ড বলিল "তোরা পাজি খেসাহেবে গবর্ণমেণ্টের চাকর।" এই রূপ অনেক গালি দেওয়াতে মাজিষ্ট্রেট তাহাকে সেসিয়নে সমর্পণ করেন। দণ্ড বিধানের আইন অনুসারে এটী গুরুতর অপরাধ সন্দেহ নাই। কিন্তু সুপ্রিমকোর্টে গত বুধবার এবিষয়ের বিচার হইয়া আকলাণ্ড মুক্তিলাভ করিয়াছে। সাক্ষিবাক্য দ্বারা তাহার দোষ সপ্রমাণ হয়, প্রধান বিচারপতিও তাহাকে দোষী স্থির করেন, কিন্তু জুরি মহোদয়েরা তাহাকে মুক্ত করিয়াছেন। জুরি মহোদয়েরা বিচার ভার পাইয়াছেন, যা মনে করেন, তাই করিতে পারেন, ধর্ম্মাধর্ম্ম ত পরের কথা, আপাততঃ ভারতবর্ষের কিরূপে শান্তি রক্ষা হইবে, তাহার কি স্থির করিলেন?

আমরা আবার শুনিলাম জনরাতর অপরাধ মার্জ্জনা জন্য ইউরোপীয়েরা আবেদন করিবেন। সে ব্যক্তি স্বেচ্ছা পূর্ব্বক মনুষ্য বধ করিয়াছে, ইহা স্পষ্ট প্রমাণ হইয়াছে, তথাপি তাহার জীবন রক্ষার চেষ্টা করা হইতেছে। যদি এতদ্দেশীয়দিগকে হত্যা করিয়া সকল ইউরোপীয় এইরূপে মুক্ত হয়, এদেশের মঙ্গল কোথায়? বর্ণ শুক্ল হইলেই কি যে সে দুরাত্মা স্বচ্ছন্দে আমাদিগের প্রাণ বধ করিতে পারিবে?

আমরা বৈরনির্য্যাতনার্থী নহি, মনুষ্যের প্রাণদণ্ড দর্শনে আমাদিগের উৎসাহ ও অনুরাগ নাই, তবে যে আমরা এবম্বিধ বিচারের প্রতিবাদ করিতেছি, তাহার কারণ কেবল ভারতবর্ষ রক্ষার উদ্দেশ। অত্রত্য ইউরোপীয়েরা যদি মনুষ্য হত্যা করিয়া স্বচ্ছন্দে অব্যাহতি পায়, তাহাহইলে ভারতবর্ষে বাস আর সসর্প গৃহে বাস উভয়ই তুল্যরূপে পরিগণিত হইবে সন্দেহ নাই।

এদেশীয় দিগের ইংলণ্ড গমন

এদেশীয়েরা ক্রমে ইংলণ্ডে পথ পাইতেছেন। ১৮৩১ খৃঃ অব্দে রামমোহন রায় বিলাত গমন করেন, তাহার পূর্ব্বে ঐ পথ এদেশীয়দিগের সম্বন্ধে, অক্ষুণ্ণ ছিল। ঐ মহানুভব কেবল এদেশের ধর্ম্ম ও আচার ব্যবহারাদির সংশোধনকারী ছিলেন না, অনেকবিধ শুভ পথ প্রদর্শন করিয়া যান। তদবধি অনেক গুলিকে ক্রমে ক্রমে ইউরোপে গমন করিতে দেখা গেল। এক্ষণে যাঁহারা যাইতেছেন, তাঁহাদিগের দৃষ্টান্ত সমধিক ফলোপধায়ী হইতেছে। সে দিন আমরা বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর ও রায় রামলোচন ঘোষের পুত্রের ইংলণ্ড গমন সমাচার পাঠকগণের গোচর করিয়াছিলাম, অদ্য এক জন লব্ধপ্রতিষ্ঠ বিদ্বান ব্যক্তির বিলাত গমন সম্বাদ প্রকাশ করা যাইতেছে। সেই ব্যক্তি মাইকেল মধুসূদন দত্ত। প্রথমোক্ত দুই ব্যক্তি সিবিল সর্ব্বিস পরীক্ষার্থী হইয়া গমন করিয়াছেন, শেষোক্ত ব্যক্তি বারিষ্টর হইবার বাসনায় গিয়াছেন।

মাইকেল মধুসূদন এক জন উপযুক্ত লোক। ইনি সংস্কৃত, বাঙ্গলা, ইংরাজী, লাটিন প্রভৃতি কয়েকটি ভাষা জানেন। তিনি যে উদ্দেশে যাইতেছেন, তাহাতে শীঘ্র কৃতকার্য্য হইতে পারিবেন সন্দেহ নাই। তাঁহার ঐ সকল ভাষা কার্য্য কালে সবিশেষ সহায়তা করিবে। এবম্বিধ পণ্ডিত ব্যক্তিরা যদি ইংলণ্ডে যান, রাজপুরুষেরা আমাদিগের সম্বন্ধে যে সকল বিষয়ের দ্বার রুদ্ধ করিয়া রাখিয়াছেন তা অচিরকাল মধ্যেই উদ্ঘাটিত হয়।

পূর্ব্বে লেখাপড়ার তাদৃশ চর্চ্চা ছিল না, কুসংস্কার ইংলণ্ড গমনের একটী প্রধান প্রতিবন্ধক ছিল। এখন অপেক্ষাকৃত অনেকের হৃদয়ে বিদ্যার আলোক সঞ্চার হইয়াছে, কুসংস্কার অনেকের হৃদয় হইতে প্রস্থান করিয়াছে। তথাপি আমরা অধিক সংখ্য লোককে ইংলণ্ড গমনে উন্মুখ দেখিতেছি না। ইহার তিনটী কারণ প্রধান রূপে আমাদিগের বোধগম্য হইতেছে। প্রথম, অলীকলোকভয় কুসংস্কারের স্থানগ্রাহী হইয়া কতকগুলি লোকের হৃদয়ে আধিপত্য গ্রহণ করিয়াছে। দ্বিতীয়, কতকগুলির ইংলণ্ড গমনে বিলক্ষণ অনুরাগ আছে, তাঁহারা বৃথা লোকভয়ও করেন না, কিন্তু অর্থ স[illegible]ঙ্গতি বিরহে কৃতকার্য্য হইতে পারিতেছেন না। তৃতীয়, কতকগুলি স্বদেশ পরিত্যাগ করিয়া পা[illegible]দেক গমনেও উৎসাহী নহেন। যে কারণ হউক, যত দিন এদেশীয় অধি[illegible] সংখ্য লোক বিলাত গমন না করিবে[illegible] ততদিন রাজ্যসম্বন্ধে এদেশীয় দিগের স[illegible]ক উন্নতিলাভ সম্ভাবনা নাই। ততদিন [illegible]া ও প্রজা উভয়ের ভিন্নভাবও দূরীভূ[illegible] হইবে না। "শ্রীবৃদ্ধি কারীরা" যে এদে[illegible] এত প্রভুত্ব করিতেছেন, তাহার কারণ বি[illegible] আমাদিগের বিদেশগমনবিমুখতাই তাহ[illegible] অন্যতর কারণ। "শ্রীবৃদ্ধিকারীরা" স্বচ্ছ[illegible] ইংলণ্ডে আমাদিগের দোষ প্রতিপন্ন ক[illegible]য়া ইষ্টসাধন করিতেছেন, কিন্তু অ[illegible]

তাহার প্রতিবাদ করিয়া আত্মভক্তিতা সমর্থন করিতে পারিতেছি না। অন্য কথা কি, আমাদিগের লণ্ডনস্থ সম্রান্ত ভাক্তার (ইনি বঙ্গদেশের লোক) নীলকর দিগের বাক্যে বিমোহিত হইয়াছেন। ইংলণ্ডে এক্ষণে শিল্প বিজ্ঞানাদি যাবতীয় বিষয়ক উৎকর্ষের পরা কাষ্ঠা হইয়াছে। ঐ সকল বিষয়ে আমাদিগের সবিশেষ নৈপুণ্য লাভের ইচ্ছা জন্মিলে এখন ইউরোপ গমন ব্যতিরেকে মনোরথ সম্পন্ন হইবার সম্ভাবনা নাই। যতদিন এদেশে ঐ সকল বিষয়ের সবিশেষ শ্রীবৃদ্ধি না হইবে, ততদিন ইউরোপ গমনই আমাদিগের তত্তৎ বিষয়ে প্রগাঢ় বুৎপত্তি লাভের একমাত্র উপায়।

মাইকেল মধুসূদন দত্ত ইংলণ্ড যাত্রা কালে বঙ্গভূমিকে সম্বোধন করিয়া যে কয়েকটী কবিতা লিখিয়াছেন, তাহা এস্থলে প্রকাশিত হইল।

বঙ্গভূমির প্রতি।

রেখো, মা, দাসেরে মনে, এ মিনতি করি পদে।
সাধিতে মনের সাধ,
ঘটে যদি পরমাদ,
মধুহীন করো না গো তব মনঃ কোকনদে!
প্রবাসে, দৈবের বশে,
জীব-তারা যদি খসে
এ দেহ আকাশ হতে,— নাহি খেদ তাহে।
জন্মিলে মরিতে হবে,
অমর কে কোথা কবে,—
চিরস্থির কবে নীর, হায় রে, জীবন নদে?
কিন্তু যদি রাখ মনে,
নাহি, মা, ডরি শমনে;
মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে!
সেই ধন্য নরকুলে,
লোকে যারে নাহি ভুলে,
মনের মন্দিরে নিত্য সেবে সর্ব্বজন
কিন্তু কোন গুণ আছে,
যাচিব যে তব কাছে,
হেন অমরতা আমি, কহ, হে শ্যামা, জন্মদে
তবে যদি দয়া কর,
ভুল দোষ, গুণ ধর,
অমর করিয়া বর দেহ দাসে, সুবরদে! —
ফুটি যেন স্মৃতি জলে
মানসে, মা, যথা ফলে
মধুময় তামরস কি বসন্ত, কি শরদে!

খিদিরপুর ১২৬৯।

১৬ই এপ্রেল ১৮৬২।

প্রিয় সম্পাদক, আমেরিকা হইতে এমত সংবাদ আগত হইয়াছে যে জেনেরেল বর্ণসাইড্ অবিরোধে বোফোর্ট দুর্গ অধিকার করিয়াছেন। মেকন্ নামক দুর্গে অদ্যাপি ৫০০ কনফেডরেট্ সৈন্য রহিয়াছে, কিন্তু তাহাদের 'রসদ' পাইবার সম্ভাবনা নাই। ৭০০০ কনফেডরেট্ সৈন্য করিন্থ নামক স্থানে একত্রিত হইয়াছে, এবং স্থানান্তরে ২০০০০০ একত্রিত বলিয়া শুনা যায়। অবিলম্বে উভয় পক্ষের এক ঘোরতর যুদ্ধ হইবার সম্ভাবনা আছে। সেক্রেটরি সম্নর রাজসভা মধ্যে এক দীর্ঘ বক্তৃতা করিয়াছেন, এবং তাহাতে মূল্য দিয়া কলম্বিয়ার দাসদিগকে মুক্ত করা উচিত ইহা প্রতিপাদন করিয়াছেন। কনফেডরেট্দের রাজসভার সোএন নামক সভ্য এমত প্রস্তাব করিয়াছেন যে ইংলণ্ড হইতে দূতদিগকে প্রত্যাহ্বান করা, এবং উক্তদেশ হইতে কনফেডরেটদের স্বাধীনতার অঙ্গীকারপ্রত্যাশা পরিত্যাগ করা উচিত। পূর্ব্বে ইংরেজেরা কনফেডরেট দের পক্ষ হইয়াছিলেন, কিন্তু এক্ষণে ভাব পরিবর্ত্ত করিতেছেন।

গত ১৩ ই জাপানদেশীয় প্রধান রাজদূত শ্রীযুক্ত টাকেনো উচি-সিমদ্জুকি নো-কামী পারিসের রাজনিকেতনে সম্রাট্ কর্ত্তৃক সমাদরে গৃহীত হন। রাজদূত সম্রাট্কে সম্বোধন করিয়া বলিলেন "মহারাজ! মহিমার্ণব টৈকুনের আজ্ঞানুসারে আমরা অদ্য সম্রাটের সমক্ষে উপস্থিত হইলাম। জাপানের সহিত ফরাশীশদেশের যে সন্ধি স্থাপিত হইয়াছে, তদ্দ্বারা উভয় জাতির পরস্পর মিত্রতা উত্তরোত্তর প্রগাঢ়তর হইবে, এই হেতু আমাদের রাজা স্বকীয় হস্তলিখিত এই লিপি মহারাজের অর্পণ করিবার ভার আমাদের প্রতি অর্পণ করেন, এবং এমত অভিপ্রায় প্রকাশ করিয়াছেন যে সন্ধিকে অখণ্ডনীয় করিয়া রাখা তাঁহার একান্ত মানস। আমাদের মহারাজের আজ্ঞানুসারে আমরা এই অন্তরের প্রার্থনা করিতেছি যে ফরাশীশ দেশীয় এক যুদ্ধ-পো
ত দ্বারা আমরা স্বদেশে প্রতি প্রেরিত হই
আমাদের ঐকান্তিক প্রার্থনা এই যে মহারা
সপরিবারে সুখভোগ করিতে থাকুন এবং ফ
রাশীশ জাতির মঙ্গল হউক।" সম্রাট্ এই উ
ত্তর দিলেন "আমি আহ্লাদ পূর্ব্বক জাপা
সম্রাটের প্রতিনিধিদিগকে সৎকার করিতেছি
এবং এরূপ আশা করিতেছি যে সন্ধিস্থাপ
দ্বারা মঙ্গলোৎপাদন হইবে। আপনারা ফ্র
শীশদেশে আসিয়াছেন, আমাদের রাজে
র মঙ্গল যথার্থ রূপে প্রতীত হইবেন। আপ
নারা এদেশে যে রূপে গৃহীত হইবেন এ
যেরূপ স্বাধীনতা ভোগ করিবেন, তদ্দ্বারা আ
স্পষ্ট জানিবেন যে অতিথিসৎকার সভ্যজা
তির এক প্রধান ধর্ম্ম। আমি আহ্লাদিত হ
য়া অনুমতি দিব যে আপনারা এক যুদ্ধপো
দ্বারা স্বদেশে প্রেরিত হন। আপনারা যখ
প্রত্যাবর্ত্তন করিবেন, তখন ইউরোপ দর্শনে
সুপরিচয়ের সহিত এই বোধ করিয়া যাইবে
যে জাপান সাম্রাজ্যের সহিত সদ্ভাব সুখ
কর, আমার সর্ব্বতোভাবে আকাঙ্ক্ষা।"

পৃথিবীতে যে বস্তু দ্বারা মহোপকার সা
ন হয়, তাহা যদি অপব্যবহৃত হয় মহান্ অন
উৎপাদন করে। সভ্যতা ও শিল্পবিদ্যার য
উন্নতি হইতেছে ততই মনুষ্যের মঙ্গল ও অ
মঙ্গল উভয় পক্ষ পরিষ্কৃত হইতেছে। যে ব
াষ্পীয়রথযোগে এক ব্যক্তি অতি দূরদেশ হই
তে গিয়া মুমূর্ষু পিতার সহিত সাক্ষাৎ করি
চরিতার্থ হয়, তদ্দ্বারাই দস্যুরা এক জনে
সর্ব্বস্বাপহরণ করিয়া নিমেষ মধ্যে প্রস্থান
রে। লৌহাদি দ্রব্যের দ্বারা পৃথিবীর কত
হয়। কিন্তু তাহা এক্ষণে মনুষ্য নাশের ভয়ঙ্ক
উপায় হইয়াছে। আমেরিকা ফরাশীশ ও ই
লণ্ড এই তিন দেশে এক প্রকার অদ্ভুতপূ
ও প্রকাণ্ড লৌহ যন্ত্র প্রস্তুত হইতেছে, উ
পোত বিশেষ। উহাতে অতি অল্পই
কৌশলের আবশ্যক, কিন্তু উহা পৃথিবী
ছিন্ন ভিন্ন করিবার অমোঘ উপায়।

প্রতিবর্ষের ১লা মার্চ্চ পর্য্যন্ত ভূমণ্ডলে ও ট
অঞ্চলে ইংলণ্ডের যত নাবিকসৈন্য আছে
তাহার বিবরণ পার্লিমেন্টে অর্পিত হয়,
১লা মার্চের বিবরণে এই পোতসংখ্যা ৩৮০

য্য ৩৯৮২ ; বেতনাদি ৭০৭,৮২০ টাকা ; পাথেয়াদি ১৩১,০০০ টাকা ; বাজেখরচ ২,১৬৬,৪৯০ টাকা ; করলা ৯৯৬,৫৯০ টাকা ; নৌযাদি ১০,৫৫০ টাকা ; সর্ব্বশুদ্ধ বার্ষিক ব্যয় ৪,৫৬০,৬০০ টাকা।

আপনার পাঠকেরা অবগত থাকিবেন যে ভূমধ্যস্থসাগরের যুনান দ্বীপ সকল এক প্রকার ইংলণ্ডের অধীন ; তথাকার অধিবাসীরা নানা প্রকারে নিপীড়িত হইয়া শাসনকর্ত্তার নিকট এক আবেদন পত্র অর্পণ করেন ; কিন্তু এরূপ আবেদনে যে রূপ উত্তর সাধারণতঃ প্রদত্ত হইয়া থাকে, তাঁহারা সেই রূপ উত্তরই প্রাপ্ত হইয়াছেন।

উক্ত পত্রের এক জন সংবাদদাতা লিখিয়াছে ; যে আফ্রিকায় দাস ব্যবসায় পূর্ব্ববৎ চলিতেছে ; এবং যদি ইংলণ্ড আমেরিকার দাসদের প্রস্তুত তুলা প্রভৃতি দ্রব্য গ্রহণ না করিতেন, তবে উহা রহিতভূত হইত। ইংলণ্ড আমেরিকার যুদ্ধের পূর্ব্বে তুলার নিমিত্ত বার্ষিক ৩০০,০০০,০০০, টাকা দিতে ছিলেন ; অথচ আমেরিকার ৪,০০০,০০০ দাস হইতে ধন বৃদ্ধি বিষয়ে এক পয়সাও লাভ করেন নাই।

পারিসের সুবৃহৎ রাজধানীস্থ মিসরীয় চিত্রশালিকায় মিসর দেশীয় কতকগুলি প্রাচীন ও সুদৃশ্য শিল্পজাত বস্তু আনীত হইয়াছে।

বিখ্যাত বৃদ্ধ লর্ড ব্রহম্ কিয়ৎকাল পীড়িত হইয়াছিলেন ; এক্ষণে বিলক্ষণ আরোগ্য লাভ করিয়াছেন।

এমত জনরব যে সম্রাট নপোলেয়ন সপরিবারে আগামী জন মিল যাবৎ বকিংহাম নামক রাজাট্টালিকায় অবস্থিতি করিবেন।

মিস্ রাই টাইম্স পত্রে এমত অভিপ্রায় প্রকাশ করেন যে এদেশে অনেক অবিবাহিতা স্ত্রী সাতিশয় কষ্ট পাইতেছে ; তাহাদিগকে পুরুষোপযুক্ত শ্রমজনক কর্ম্মে নিযুক্ত করা অন্যায় ; তাহাদের দুঃখ অপনয়নের এক উপায় এই যে তাহারা বিদেশে উপনিবেশিকদের মধ্যে প্রেরিত হয়। কাথ্যকার কিংস্লি এই অভিপ্রায়ের পোষকতা করিয়াছেন, এবং কহিয়াছেন যে স্ত্রীরা পত্নী ও প্রসূতি হইবার নিমিত্ত সৃষ্ট হইয়াছে। প্রতীত হইল যে এদেশে ৫০০০০০ অতিরিক্ত স্ত্রী আছে ; তন্মধ্যে উক্ত স্ত্রী বিদেশে যাইবার সুপযুক্ত, কতকের যথেষ্ট অর্থসংস্থান আছে, এবং কতিপয় স্বজনবন্ধনে নিবদ্ধ। মিস্ রাইএর প্রস্তাব এই যে অবশিষ্ট স্ত্রীদিগের ভারতবর্ষাদি স্থানে প্রেরণ করিবার নিমিত্ত অর্থ সাহায্য দেওয়া উচিত। অনেকদেশে প্রত্যেক স্ত্রীর সহিত তুলনায় দুই বা ততোধিক পুরুষ (ইংরাজ) বর্তমান আছে।

এগ্জিবিশন্ প্রারম্ভনসময়ে এরূপ জনরব উঠিয়াছিল যে প্রারম্ভিকেরা এক বিশেষ বেশে উক্ত বাটী সন্দীপন করিবেন ; কিন্তু কমিসনরেরা সে অভিপ্রায় পরিত্যাগ করিয়াছেন। বিদেশীয় আগন্তুক শিল্পকরদের যাহাতে কষ্ট না হয়, এমত উপায় করিবার সুচারু নিয়ম অবলম্বিত হইতেছে ; তাহারা অতি অল্পব্যয়ে লণ্ডনে অবস্থিতি করিবে ; তাহাদের সুবিধার নিমিত্তে এক জন হিতাষী নিযুক্ত হইবে ; পীড়িত হইলে অত্যল্প ব্যয়ে চিকিৎসা প্রাপ্ত হইবে ; এবং অনায়াসে লণ্ডনের নানা বিচিত্র স্থানে ভ্রমণ করিতে পারিবে।

ভারতবর্ষীয়েরা যে রূপে লর্ড কেনিংকে প্রতিষ্ঠা পত্র দিয়াছেন, তাহাতে এখানকার লোকে সাতিশয় সন্তোষ প্রকাশ করিয়াছেন ; মান্যবর শ্রীযুক্ত বাবু রমাপ্রসাদ রায় ও রাজা দিনকর রাও ইঁহাদের বক্তৃতা বিশেষ রূপে উল্লিখিত হইয়াছে।

টাইম্স সম্পাদক বঙ্গদেশের রাইয়তদিগের 'অত্যাচার' বিষয়ে এক প্রস্তাব প্রকাশ করিয়াছেন ; ইহা নিতান্ত দুর্ভাগ্যের বিষয় বলিতে হইবে যে নীলকরেরা রাইয়তদের দোষ সপ্রমাণ করিতে সমর্থ হইতেছে। প্রজারা যদ্যপি সুবিচার চায়, তবে আপনারা অগ্রে শুদ্ধ ন্যায় পথ অবলম্বন করুক ; নতুবা তাহাদের অবস্থা অবশ্যই 'নেকড়ে ! নেকড়ে !' বাদী মেষরক্ষকের ন্যায় হইবে।

গত রাত্রে এথ্নলজিকল্ সুসাইটি নামক সমাজে বাবু জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর বৌদ্ধধর্ম বিষয়ে এক প্রস্তাব পাঠ করেন।

এগ্জিবিশন্ উপলক্ষে নানা দেশ হইতে লণ্ডনে কতকগুলি সুদক্ষ চোরের সমাগম হইয়াছে ; তাহাদের দৌরাত্ম্য নিবারণার্থে ফরাসীস দেশের পুলীস সংক্রান্ত কতিপয় লোক এখানে নিযুক্ত হইবে।

কয়েক দিবসাবধি আকাশ মেঘনির্ম্মুক্ত নির্ম্মল হইয়াছে, সূর্য্য প্রকাশিত বঙ্গদেশের মাঘমাসের ন্যায় আবহাওয়া এই যে শীতকালের মধ্যে অনেক বৎসরে এত শীত অনুভূত হয় নাই।

উইলিয়ম গুপ্ত।

লণ্ডন, ১০ই মে ১৮৬২।

প্রিয় সম্পাদক ! শিল্প বিন্যাস-নিকেতনের দ্বারোদ্ঘাটন এখানকার সর্ব্ব প্রধান সংবাদ। আমার অনুগত পত্রাবলীদ্বারা "ওপনিং অব দি ইণ্টরনেশনল্ এগ্জিবিশন্" প্রতিপাদিত হইতেছে, ইহা আপনার পাঠকেরা বুঝিয়া লইবেন। এখানকার নানা সংবাদ পত্রে এই মহৎ ব্যাপার নানারূপে বর্ণিত হইয়াছে ; কেহ কেহ ইহাকে সামান্য ও ৫১ সালের ব্যাপারের অপেক্ষা নিকৃষ্টতর রূপে বর্ণন করিয়াছেন ; কেহ বা ইহাকে অদ্ভুতপূর্ব্ব বলিয়াছেন ; পরন্তু আমার হস্ত হইতে এবিষয়ে এক জন বাঙ্গালির মত কি, ইহাই আপনারা জানিবার ইচ্ছা করিতে পারেন।

১লা মে বৃহস্পতিবারের দুই তিন দিন পূর্ব্বাবধি সূর্য্য সম্যক্ প্রকাশিত হইয়া প্রকাশিত হইতেছিল ; দিবসের ভাব কোন অংশে বঙ্গদেশের কার্ত্তিক মাসের অপেক্ষা হিন না ; কিন্তু উক্ত বৃহস্পতিবারের প্রাতে আকাশ মেঘাচ্ছন্ন হইয়া অল্প বর্ষণ হওয়াতে সকলেরই মনে মহাশঙ্কা উপস্থিত হয় ; যাহা হউক বেলা নয়টার সময় বৃষ্টি অপহৃত হইল। নগরের চতুর্দ্দিক্ হইতে লোক সকল নানা সজ্জায় সুসজ্জিত হইয়া ব্রম্টন অভিমুখে গমন করিতে লাগিল ; বেলা দশটার পূর্ব্বে সমস্ত বর্ত্ম শকটাদি দ্বারা পূর্ণ হইল ; শকট সকলের গতি যথার্থরূপে শম্বুক গতির সহিত উপমিত হইয়াছে। পথের দুই পার্শ্বে অট্টালিকা শ্রেণি হইতে নানা বর্ণের পতাকা উড্ডীয়মানা এবং ব্রম্টন রোডের মধ্য দেশে এক বৃহতী পতাকা "স্বাগত সমস্ত জাতি !" বলিয়া লোকদিগের অভ্যর্থনা করিতেছিল। যে কোন পথের দূর দৃষ্টিগোচর হইয়া ছিল, তাহাতে শকট শ্রেণী ও মনুষ্য ভিন্ন আর কিছুই দেখা

নাই। চতুর্দ্দিকে নেত্রপাত করিয়া বোধ হইতে লাগিল যেন ক্রমাগত একপ্রকার জনপ্লাবন উপস্থিত। রাজপুরুষদিগের আগমনার্থ বকিংহাম প্যালেস অবধি শিল্প বিন্যাস-নিকেতন পর্য্যন্ত দুই ক্রোশ ব্যাপিয়া পথের দুই ধারে বিচিত্র সন্নাহ-ভূষিত অশ্বারূঢ় সৈন্য সকল দণ্ডায়মান হয় এবং তাহাদের পশ্চাদ্দেশে অসংখ্য লোক সমবেত হইয়া রাজপুরুষদিগকে দেখিবার নিমিত্ত সাতিশয় ঔৎসুক্য প্রকাশ করিতেছিল, ১১ টার পূর্ব্বাবধি "মহাজন" সকল যানারোহণ পূর্ব্বক শ্রেণিবদ্ধ হইয়া গমন করিতে লাগিলেন। এদেশের সকল রাজমন্ত্রী সমান রূপ লোকপ্রিয় নহেন, যাঁহারা সমধিক প্রিয়, তাঁহাদিগকে দেখিয়া লোক সকল ধন্য ধ্বনি করিতে লাগিল। ক্রমে ক্রমে নানা দেশীয় রাজ দূত সকল লোকদের দৃষ্টিপথ অতিক্রম করিলেন। হৈতি প্রদেশীয় কৃষ্ণচর্ম্ম রাজদূত সকলকে, ও জাপান দেশীয় রাজদূতদিগকে দেখিয়া অনেকে হাস্য করিয়া উঠে, ইহা ইংরেজদের অতি ঘৃণাকর অসভ্য রীতি। অর্দ্ধঘণ্টাতীত ১২ টার সময় প্রভাকর প্রচণ্ড মূর্ত্তি ধারণ করিল, তখন শিল্প নিকেতনের চতুর্দ্দিক মনুষ্যদ্বারা একেবারে আপ্লাবিত হইয়াছে। নিকেতনের বাহ্যমূর্ত্তির পরিচয় পূর্ব্বে দিয়াছি কিন্তু ১লা মে যদিও উহা নানা পতাকায় শোভিত হয়, তথাপি পূর্ব্ববৎ কেবল বাণিজ্য শালার ন্যায় বোধ হইতে লাগিল। যাহা হউক, অট্টালিকার অভ্যন্তরে এক ভিন্ন ব্যাপার। পাণ্ডুয়ার মন্দির ও জগন্নাথদেবের মন্দির নির্ম্মাণার্থ বিশ্বকর্ম্মার সাহায্য আবশ্যক হইয়াছিল, কিন্তু উপস্থিত অদ্ভুত ব্যাপারের সম্পাদন নিমিত্ত কত শত বিশ্বকর্ম্মার প্রয়োজন। মনুষ্যের দ্বারা যে একপ কীর্ত্তি অনুষ্ঠিত হইতে পারে, ইহা কেবল ইউরোপীয়েরাই সপ্রমাণ করিতে সক্ষম। পূর্ব্ব বা পশ্চিম দ্বারে প্রবেশ করিলে ১৫০ হস্তের অধিক উচ্চ গুম্বজের তল হইতে সম্মুখে ৩৫০ হস্ত দীর্ঘ ও ৯৩০ হস্ত প্রসারিত গৃহ দৃশ্য হয়, কিন্তু একপে অট্টালিকার পরিচয় দিবার সময় নহে। প্রাসাদের অভ্যন্তরস্থ ত্রিশ সহস্রাধিক ব্যক্তি মন আকর্ষণ করিতেছে। নানা জাতীয় নানা প্রকার লোক সমবেত হইয়াছে। কোন স্থানে সুবর্ণরঞ্জিত রক্ত, পীত নীল, কৃষ্ণ বর্ণের পরিচ্ছদ-ভূষিত ইংরেজ রাজপুরুষ ও সেনাপতিগণ, সগর্ব্বিত চিত্তে ইতস্ততঃ নিরীক্ষণ করিতেছেন, কোথায় বা ফরাশীশ, তুরুষ্ক, রুশ প্রভৃতি দেশীয় রাজদূত সকল স্ব স্ব জাতীয় সজ্জার শোভা প্রকাশ করিতেছেন, কোথাও বহুমূল্য শাল মুক্তাহার, এবং রত্ন খচিত উষ্ণীষধারী রাজা, কোন স্থানে বা ঘননতা শোভিত রক্ত কৌশেয় বস্ত্রের অঙ্গরক্ষণী পরিহিত টিউনিস দেশীয় ধনাঢ্য ব্যক্তি। এইরূপে যাজক, সৈন্য, ব্যবস্থাব্যবসায়ী, শিল্পকর, চিত্রকর, গন্ধকার প্রভৃতি স্বীয় স্বীয় বেশে অবস্থান করিয়াছেন। জাপান দেশীয় রাজদূতেরা আপনাদের গম্ভীর ভাব দ্বারা লোকদিগকে চমৎকৃত করিলেন। তন্মধ্যে দুই জন প্রকৃত রাজদূত গাম্ভীর্য্যের প্রতিমূর্ত্তি বলিলে হয়। তাঁহারা সমস্ততঃ অত্যাশ্চর্য্য সমারোহ সন্দর্শন করিয়াও কোন ক্রমে অজ্ঞ লোকের ন্যায় বিস্ময় প্রকাশ করিলেন না। তাঁহারা বিস্ময়স্তব্ধের ন্যায় ইতস্ততঃ দৃষ্টিপাতও করেন নাই, কিন্তু তৃতীয় রাজদূতটি অপেক্ষাকৃত যুবা, তিনি চতুর্দ্দিকে মনোহর-বসন ভূষিত গর্ব্বনির্ব্বিশেষ ইংরেজ মহিলাদের ভাব ভঙ্গীর দ্বারা স্পষ্টতই উদ্ঘাটিত হন।

১টা ১৫ মিনিট গত হইলে তূর্য্যধ্বনি হইতে লাগিল। তদনন্তর অট্টালিকার দক্ষিণ ভাগ হইতে পশ্চিম ভাগে রাজপুরুষেরা শ্রেণিবদ্ধ হইয়া গমন করিলেন, তথায় রাজসিংহাসন স্থিত ছিল, সকলে যথা স্থানে উপবিষ্ট হইলে অর গ্রানবিল একটী বক্তৃতা পাঠ করিলেন এবং ইংলণ্ডেশ্বরীর পক্ষ হইয়া ডিউক অব কেম্ব্রিজ তাহার উত্তর দিলেন। তদনন্তর রাজপুরুষেরা পূর্ব্ববৎ শ্রেণিবদ্ধ হইয়া উত্তরদিক দিয়া পূর্ব্বগুম্বজের তলে গমন করিলেন। রাজমন্ত্রীরা প্রভূত প্রশংসাবাদ লাভ করিতে লাগিলেন, বিশেষতঃ লর্ড পামর্ষ্টনকে দেখিয়া লোকে আহ্লাদধ্বনি করিতে লাগিল। তৎপরে যখন ডিউক অব্ কেম্ব্রিজ চতুর্দ্দিকে রাজপুরুষদিগের দ্বারা পরিবেষ্টিত হইয়া রাজসিংহাসনে উপবেশন করিলেন, তখন যে অদ্ভুত ব্যাপার লোকের প্রত্যক্ষ হইল, তাহা কথনাতীত। আমি পাঠযোগ্য বর্ণনার শতাংশের একাংশ সম্পাদন করিতে পারিতেছি না বলিয়া লেখনীকে সহস্রবার তিরস্কার করিতেছি। তৎকালে সূর্য্যের কিরণ বিমল উ জ্বলতর হইল। এবং সভাস্থ লোকদের অল স্থিত মণিমাণিক্যের উপর পতিত হইয়া এক কালে চক্ষু অন্ধ করিতে লাগিল, বলিলে হয় অট্টালিকার মধ্যস্থ সুচারু ও সমুচ্চ স্তম্ভ শ্রেণী ঊর্দ্ধদেশে বিচিত্র চন্দ্রাতপ, পশ্চাদ্ভাগে সহ স্র সহস্র গায়কপূরিত সঙ্গীত মঞ্চ, এই সমুদায় একত্রিত হইয়া যার পর নাই শোভা প্রকাশ করিল। তদনন্তর সঙ্গীত, কবিয়া টেনিসন এই বিষয়ের নিমিত্ত এক সঙ্গীত রচনা করেন, তাহা টেনিসনের যোগ্য সন্দেহ নাই, ঐ সঙ্গীত যখন সহস্র সহস্র স্বর যন্ত্র সম্মিলিত হইয়া সঙ্গীত হইল, তখ অনেকেই আনন্দাশ্রু সম্বরণ করিতে পারি লেন না। অনান্য সঙ্গীতের পর ডিউ অব কেম্ব্রিজ শিল্প বিন্যাস-নিকেতন অভি মুক্ত হইল বলিয়া উহার প্রতিষ্ঠা করিলেন যদিও তাঁহার বাক্য উত্তম রূপে শ্রুত হ নাই, তথাপি তূর্য্যধ্বনি দ্বারা উহা সর্ব জনের গোচর হইল।

দেবতারা প্রকাণ্ড ব্যাপারে বলি ব্যতী সন্তুষ্ট হন না। আমাদের দেশে বলির সহি দেবতাপূজা আরম্ভ হইয়া থাকে, এখা উহা বলির সহিত শেষ হইল, কমলা দেবী এ কটি বালকের মস্তক লইয়া সন্তুষ্ট হইলেন। বালক কৌতূহলাক্রান্ত হইয়া একটা চলি কলের নিকট দণ্ডায়মান হয়, কলের এক অং তাহার স্কন্ধোপরি পড়িয়া মস্তক ছেদন রিল।

যাহা হউক এই মহদ্ব্যাপারে অন্য কো বিঘটনা হয় নাই, কোন কোন বিপদ প্রকার তর ব্যবস্থা করিলে ভাল হইত, কিন্তু একত্র না হইয়াও লোকে চিত্রের দোষ বিচা করিয়া থাকে। ১লা মের ঘটনা অনেকের ম নিহিত থাকিবে।

এবারে অন্য কোন বিশেষ প্রয়োজনী সম্বাদ নাই। পার্লিমেণ্টে সিংহল দ্বীপ ভা তবর্ষ সংযুক্ত হইবার প্রস্তাব বিচারিত হইয়া ছিল, কিন্তু লর্ড ষ্টানলি প্রভৃতি ঐ প্রস্তাবে পোষকতা করেন নাই।

উমিচাঁদ গুপ্ত।

বিবিধ সংবাদ।

২৮এ জ্যৈষ্ঠ সোমবার।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করি-তেছি, রঙ্গপুর জিলার অন্তঃপাতী কাকিনিয়ার জমীদার শ্রীযুক্ত বাবু শম্ভুচন্দ্র রায় চৌধুরী সোমপ্রকাশের উন্নতির নিমিত্ত ৫০ টাকা দান করিয়াছেন। সোমপ্রকাশের শ্রীবৃদ্ধির নিমিত্ত যাঁহারা দান করেন, তাহা আমাদিগের অতিশয় আনন্দের সামগ্রী। আমরা শম্ভু বাবুর নিকটে সে দেশের অনেক বিষয়ে সংবাদ পত্রিকায় অনেক সম্বাদ শুনিয়াছি। কিন্তু জ্যৈষ্ঠের ১৮ দিন হইল, উক্ত বাবু পীড়ারোগ গ্রস্ত হইয়া কষ্ট পাইতেছেন।

সম্প্রতি বেঙ্গল হরকরা সৈন্য ও মাজি-ষ্ট্রেটদিগের অনুরোধ করিয়াছেন যে তাঁহারা যে দিনের বেতন আলবর্ট স্মরণীয় ফণ্ডে দান করেন। এ অনুরোধ করা অন্যায়, যদি দান করিতে হয়, লাঙ্কেষ্টেরের মজুরদিগের নিমিত্ত দিলে ভাল হয়।

গত শনিবার অনারিবল ইডেন সাহেব বঙ্গদেশীয় গবর্ণমেন্টের সেক্রেটারির কার্য্যের ভার গ্রহণ করিয়াছেন। ইডেন সাহেব বোর্ডে ছিলেন। তিনি উপযুক্ত লোকই বটে। তাঁহার এই প্রাপদের কার্য্য ও আমাদিগের সেই হইতেছে, নীলবিষয়ে তিনি গ্রাণ্টসাহেবের মত পক্ষপাতী হইবেন না।

বেনারস নগরে আফিমের মূল্য হ্রাস হইয়াছে, গত সপ্তাহে প্রতি সিন্দুক ১৬২০ টাকায় বিক্রীত হইয়াছে।

... সাহসে এক ভয়ানক ডাকাইতি হইয়াছে। প্রায় ৬০ জন দস্যু ডাকাতো ... নিকটবর্ত্তি কয়েক বাটী লুট ... এবং ১২ জন লোককে আহত করি-য়া ... করিয়াছে। পুলিস কর্ম্মচারিরা যে ... করিয়া থাকে, দস্যুরা পলায়ন করিলে পর ... সেই কাণ্ডকালেও পরিদৃশ্য ছিল না। ... রেন্সনরল এই বেলা সাবধান হউন, কবে ... বাটীর উপরে দস্যুদলের দৃষ্টি পড়ে।

... ফ্রেণ্ড অব ইণ্ডিয়া সম্পাদক বলেন, মিরাটের এ-... আফিসর তাঁহার এক দাসীকে চোর ... করিয়া পুলিসে প্রেরণ করেন। থানার দারোগা ও আর এক জন কর্ম্মচারী ঐ হত-ভাগ্য স্ত্রীলোককে দোষ স্বীকার করাইবার জন্য তাহাকে বলপূর্ব্বক সুরাপান করাইয়া শেষে তাহার দুরবস্থা করে। দুই তিন দিবস তাহারা এই প্রকার পৈশাচিক ব্যবহার করিয়াছিল। পরে আফিসর দাসীকে নির্দ্দোষ জানিয়া তাহাকে পুনর্ব্বার বাটী আনিয়া দেখেন যে উন্মত্তের ন্যায় হইয়াছে। পরে চিকিৎসা দ্বারা তাহার চৈতন্য হইলে সে সমুদায় প্রকাশ করিল। দারোগা ও তাহার কর্ম্মচারির তিন বৎসর কারাবাস দণ্ড হইয়াছে। অন্য কোন দেশে এপ্রকার ভয়ানক অত্যাচার হইলে কবে পুলিস সংশোধিত হইত।

উক্ত সম্পাদক সেক্ সাহেবের পরিবর্ত্তে মেজর মাকগ্রিগরকে রাজস্ব সংক্রান্ত প্রধান কার্য্যে রত করিবার অনুরোধ করিয়াছেন। মিলেটারিরাই রাজস্ব বুঝিবার লোক বটেন?

কয়েকদিন হইল আমরা অকস্মাৎ মৃত্যুর সম্বাদ শুনি নাই। ফিনীক্‌গেজেট সম্পাদকের অনুগ্রহে সম্প্রতি তাহা আমাদিগের দৃষ্টি গোচর হইয়াছে। তত্রত্য রেইলওয়ে ষ্টেসন মাষ্টর একজন ইউরোপীয় কর্ত্তৃক পদাঘাত করাতে তাঁহার সেন পালকের মৃত্যু হইয়াছে। গবর্ণমেন্ট কি এই হঠাৎ মৃত্যু নিবারণের চেষ্টা করিবেন না?

উক্ত সম্পাদক বলেন ফরোকাবাদের সৈন্যমধ্যের ৩ জন ১২ ব্যক্তি বলপূর্ব্বক একটি অল্পবয়স্কা স্ত্রীর সতীত্ব হরণ করি-য়াছে। ঐ স্ত্রীলোকটী রেইলওয়ে দ্বারা তাহার স্বামীর নিকটে যাইতেছিল, ঐ দুর্বৃত্তেরা ষ্টেসনে তাহার দুরবস্থা করে ... আমাদিগের দেশের শান্তির কি অবস্থাই হইল।

আলাহাবাদ গেজেট সম্পাদক বলেন, তত্রত্য গবর্ণমেন্টবাটী প্রস্তুত করিবার নিমিত্ত সাড়ে-তিনলক্ষ টাকা দিবার আজ্ঞা হইয়াছে। এসকল বিষয়ে গবর্ণমেন্টের দাতব্যতা।

অযোধ্যা গেজেট সম্পাদক বলেন, তথায় জনরব উঠিয়াছে জঙ্গবাহাদুর বিস্তর সৈন্য লইয়া অযোধ্যা জয় করিতে আসিতেছেন। এপ্রকার জনরব কোথাহইতে উঠিতেছে, তা-হার নির্ণয় করা আবশ্যক।

উক্ত সম্পাদক আরো বলেন, "রায়বেরে-লিতে জনকয়েক ধূর্ত্ত আপনাদিগকে গবর্ণমে-ন্টের কর্ম্মচারি বলিয়া পরিচয় দিয়া গ্রামস্থ লোকদিগকে এই কথা বলে যদি তোমরা টাকা না দেও গ্রাম দগ্ধ করিব। অনেক মূর্খ লোক ভয়ে ঐ ধূর্ত্তদিগকে টাকা দিয়াছি-ল। তাহারা সম্প্রতি ধৃত হইয়াছে। এ এক মন্দ জুয়াচুরি নয়।

গবর্ণমেন্টের ভিন্ন ভিন্ন ধনাগারে এপ্রেলের শেষে নিম্নলিখিত টাকা জমা ছিল।

ভারত বর্ষীয় গবর্ণমেন্টের	৫,৩০,৪৩৭,০৬
বঙ্গদেশীয় ঐ	২,১৭,০৮২
উত্তর পশ্চিমাঞ্চলের ঐ	২,৫৩,২৯,৯৫২
পঞ্জাবের ঐ	৭৭,০৯,৪৪১
বোম্বাইয়ের ঐ	২,৩৭,০৯,৫৮১
মধ্যভারতবর্ষের ঐ	৫২,৩৭,৪২৮
দক্ষিণ প্রদেশের	২৭,০৭,৪০৭
মান্দ্রাজের ঐ	২,৯২,৭৫,২১৯
মোট টাকা	১৭,৭৮,৭৬,৭৮২

বাবু প্রসন্নকুমার ঠাকুর করতোয়া নদী হই-তে একটী খাল কাটান, গবর্ণমেন্ট তাঁহাকে সে-ই খালে কর লইতে অনুমতি দিয়াছেন।

মাণিক গঞ্জের ডেপুটি মাজিষ্ট্রেটের বিপ-ক্ষে ঢাকা প্রকাশে একটি প্রস্তাব লিখিত হওয়া-তে ডেপুটি মাজিষ্ট্রেট সম্পাদককে লিখিয়াছে-ন "মহাশয়! আমি দেখিতেছি তুমি আমার প্রতি অন্যায় ব্যবহার করিয়াছ ইত্যাদিক্রমে ডেপুটি মাজিষ্ট্রেট বলেন সম্পাদক যদি তাঁ-হার সহকারীদিগের নাম প্রকাশ না করেন তা-হা হইলে তাঁহার নামে নালীশ হইবে। ডেপুটি মাজিষ্ট্রেটের বুদ্ধিমত্তার বিষয় যেমন হউক তাঁহার লেখার ভাব দেখিয়া বিখ্যাত শিলোর কথা মনে হইতেছে "ঠাকুর বলায় চলে গেল জুতো জোড়াটা পড়ে রহিলেন।"

বাজারে গল্প উঠিয়াছে লার্ড এলগিন শীঘ্র কর্ম্মচারিদিগের বেতন কমাইয়া দিবেন এবং চাউল প্রতি মণে ৸৶০ আনা ও চৈতন টাকায় ক্রয় সের বিক্রয়ের নিয়ম করিয়া দিবে-ন। এরূপ করিবার তাৎপর্য্য এই, যাহাদিগের বেতন কমিয়া যাইবে, তাহাদিগের কষ্ট হই-বে না। এপ্রকার মিথ্যা জনরব তুলিবার লোক আছিল ...

আমরা শুনিলাম বারাকপুরে একটি দুর্গ নির্ম্মিত হইবে। সর হিউ রোজের আবার কি মত ফিরিল? ইচ্ছা নিরঙ্কুশ।

হিন্দুপেট্রিয়ট সম্পাদক বলেন গবর্ণমেণ্ট বিদ্যাশিক্ষার জন্য যে চারি লক্ষ টাকা বঙ্গদেশে অধিক দিয়াছেন, তাহা হইতে এসিয়াটিক সোসাইটিতে প্রতি মাসে আর দুই শত টাকা দেওয়া হইবে। এতদ্দেশীয় সংবাদপত্র ও পুস্তকাদির মর্ম্ম অবগত হইবার জন্য এক জন তত্ত্বাবধারক নিযুক্ত হইবেন। গবর্ণমেণ্ট আরও নিজ ব্যয়ে এক বাঙ্গালা সংবাদ পত্র প্রকাশ করিবার সঙ্কল্প করিয়াছেন। শেষোক্তটি অপব্যয় হইবে।

২৯ এ জ্যৈষ্ঠ শুক্রবার।

গত কল্য এক্সচেঞ্জ বাটীতে নিম্নলিখিত অহিফেন বিক্রীত হইয়াছে:—

সিন্দুক	মূল্য
বেহারের ১৩৪৫	১৯,৫৩,৩৩০
কাশীর ১১৩৫	১৬,৭৬,৮৭১

গড়ে প্রতি সিন্দুক ১৪৭৫ টাকায় বিক্রীত হইয়াছে।

মাঞ্চেষ্টরের মজুরদিগের সহায়তার জন্য গবর্ণমেণ্টহৌসে একটী নৃত্যগীতময় উৎসব হইবে, ইহাতে যে টাকা আয় হইবে তাহা মাঞ্চেষ্টরে পাঠান হইবে।

সর হিউ রোজ লক্ষ্ণৌ নগরে সেনাগণকে সভা করিতে নিষেধ করিয়াছেন। সেনাদিগকে শান্ত করিতে হইলে তাহাদিগকে বিবাহ করিতে না দেওয়া কর্ত্তব্য, নচেৎ পুস্তকালয়ই কর আর সভাই কর, সকলই বৃথা হইবে।

ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের মিলিটারি সেক্রেটারি কর্ণেল নর্ম্মাণ আপনার অধীনস্থ অচিহ্নিত কর্ম্মচারিদিগের উপকারার্থ নিজ বায়ে আফিসে এক পুস্তকালয় স্থাপন করিয়াছেন। কেরাণীরা আফিসে বসিবার পূর্ব্বে ও পরে পুস্তক পাঠ করিতে পারিবেন। দেখো যেন আফিস বিদ্যালয় হইয়া উঠে না।

ভারতবর্ষীয় রেইলওয়ে কোম্পানি রেইলরোডে অশ্ব কুক্কুর প্রভৃতি জন্তুদিগকে লইয়া যাইতে অসম্মত হইয়াছেন। যাঁহারা ঐ সকল প্রেরণ করিবেন তাঁহাদিগকে দ্বিগুণ ভাড়া

নানা সাহেবের ভ্রাতুষ্পুত্র [illegible] কানপুরে প্রেরণ করিবার আজ্ঞা হইয়াছে।

আমরা পূর্ব্বে বলিয়াছিলাম, যাহাকে যে হতভাগ্য পুরোহিতকে কয়াচিতে নানা সাহেব বলিয়া ধৃত করা হয় তাহাকে মুক্ত করা হইয়াছে। এক্ষণে জানা গেল তাহাকে [illegible] হইতে কলিকাতায় আনা হইয়াছে। সে এক্ষণে পুলিষে বদ্ধ আছে। যাঁহারা নানা সাহেবকে দর্শন করিয়াছেন, তাঁহাদিগের অনেকে বলিয়াছেন বিদ্রোহী সর্দ্দারের সহিত পুরোহিতের অঙ্গ সৌসাদৃশ্য নাই তবে কি জন্য তাহাকে রুদ্ধ করিয়া রাখা হইয়াছে?

টাইমস্ অব ইণ্ডিয়া সম্পাদক বলেন ৬ সংখ্যক ড্রাগুন (অশ্বারোহী) সেনা দলের কর্ণেল ক্রলি আপনার অধীনস্থ কয়েক ব্যক্তিকে সামান্য অপরাধে রুদ্ধ করিয়া এত কষ্ট দিয়াছিলেন যে তাহাতে এক ব্যক্তির মৃত্যু হইয়াছে। ইংরাজ সেনাদলের এই একটি বিশেষ দোষ আফিসরেরা গুরুতর অপরাধ করিয়াও মুক্ত হন কিন্তু সামান্য সেনারা কিছু করিলেই তাহাদিগের গুরু দণ্ড হয়।

হরকরা সম্পাদক টেলিগ্রাফ যোগে নিম্নলিখিত সমাচার প্রাপ্ত হইয়াছেন:—আলেকজাণ্ড্রিয়া ১৯ এ মে। আমেরিকার বিদ্রোহীরা ইয়র্ক টাউন ত্যাগ করিয়াছে। গবর্ণমেণ্টের সেনারা বরগার্ডকে আক্রমণ করিয়াছিল, কিন্তু কৃতকার্য্য হইতে পারে নাই। উভয় দলের বিস্তর লোক হত হইয়াছে। গবর্ণমেণ্টের সেনাপতি উইলিয়ম্ স্ বর্গ অধিকার করিয়াছে। সিউয়ার্ড সাহেব দক্ষিণ দিগের অবরোধ ক্রিয়া শিথিল করিয়া বাণিজ্যের নিমিত্ত নিউঅর্লিয়ন্স খুলিয়াছেন। মন্টিনিগ্রোর সহিত তুর্কদের যুদ্ধ আরম্ভ হইয়াছে।

ইংলিসম্যানের লক্ষ্ণৌস্থিত সংবাদদাতা বলেন তথায় জনরব উঠিয়াছে সমুদয় কূপে বিষ দেওয়া হইয়াছে, ইউরোপীয় সেনাগণের প্রাণ বিনাশ করাই তাহার উদ্দেশ্য। এরূপ জনশ্রুতির মূল অন্বেষণ করা অতিশয় আবশ্যক। অন্যথা বহুতর অনিষ্ট ঘটিবার সম্ভাবনা।

দিল্লী গেজেটের জয়পুরস্থিত সংবাদদাতা বলেন, তত্রত্য নূতন মন্ত্রী পণ্ডিত শিব... দীন অতিশয় বিবেচনা সহকারে কর্ম্ম করিতেছেন। তিনি অনেক পুরাতন কর্ম্মচারিদিগকে বিদায় দিয়া আজমীর কালেজের কৃতবিদ্য ছাত্রদিগকে বিচার কার্য্যে নিযুক্ত করিয়াছেন। আপীল শুনিবার জন্য তথায় এক উচ্চতম বিচারালয় হইয়াছে। এই গুলি যথার্থ শ্রীবৃদ্ধির লক্ষণ। অন্য অন্য রাজারা যদি এই রীতির অনুসরণ করেন, তাহাদিগের রাজশ্রী বৃদ্ধি হয়।

... নিউস সম্পাদক ভগবান ... বিষয়ে বলিয়াছেন এতদ্দেশীয় [illegible] ... উঠাইবার জন্য তাহাকে নিজেরা ... যাছেন [illegible] ... ঘরকেরা প্রণাম পাওয়া যায় নাই তথাপি ... এরূপ এক অপবাদ উঠিয়াছে তখন ... স্থাদিগের এই ... [illegible] ... প্রকাশ করা উচিত।

৩০ এ জ্যৈষ্ঠ বুধবার।

[illegible] বিখ্যাত [illegible] ... কোম্পানি নীলাম [illegible] ... দান করিয়াছেন প্রতি ... [illegible] হইয়াছে। এবার ইংলণ্ডের সভাকে ... [illegible] বিনয় [illegible] করিয়া [illegible] ... হইবেন।

[illegible] সমুদায় দিয়া যে টেলিগ্রাফ ... তাহে, ত্রিনিদাদ ডাউন অব কমন্স ... দিয়াছেন তাহার অর্দ্ধেক ... ভারতবর্ষ ... রাজস্ব হইতে দিতে হইবে। এই সকল ... অত্যাচারে কাহার সাধ্য আমাদিগের ... অসঙ্গতি দূর করিবেন।

গবর্ণর জেনেরল নিজে টেলিগ্রাফে ... বাদ আনয়ন ও প্রেরণ জন্য প্রতি ব... ৩০০০ টাকা পাইবেন। আমরা ইহার আ... শ্যকতা দেখিতেছি না।

ভারতবর্ষের রেইলওয়ের প্রধান ইঞ্জি... রর গবর্ণমেণ্টে লিখিয়াছেন আগামি জানু... রির পূর্ব্বে কাশী পর্য্যন্ত রেইলওয়ে খোলা... বাধা হইবে, কারণ কোম্পানির উপযুক্ত ... টাকা নাই। কিন্তু গবর্ণর জেনেরল এ ... অগ্রাহ্য করিয়া তাঁহাদিগকে ডিসেম্বর ... সের মধ্যে কাশী পর্য্যন্ত ও তাহার পূর্ব্বে ...

পাহী দলে চিফ্রিক্ক আসিষ্টাণ্ট পদ লাভ না হয় কেন? এখন পর্য্যন্ত এক লক্ষ ত্রিশ সহস্র সিপাহী আছে; তাহারা ত কেবল ভারতবর্ষে থাকিবে. ঐ দলে এতদ্দেশীয়দিগকে নিযুক্ত করিলে দোষ কি? জেলায় জেলায় এ দেশীয়দিগকে সিবিল সরজন না করাই বা হয় কেন? ইউরোপীয়দিগের কেহ কেহ এদেশীয় চিকিৎসকগণকে আপনাদিগের পরিবারের চিকিৎসা কার্য্যে নিয়োজিত করিতে অসম্মত হইতে পারেন বটে, কিন্তু তাঁহারা সংখ্যায় অধিক হইবেন না; যদিই বা অধিক হন, শ্রেণি অথবা সম্প্রদায় বিশেষের কুসংস্কারের অনুরোধে একটি জাতিকে একালে একটী মহত্তর অধিকার হইতে বঞ্চিত করা কোন ক্রমেই বিধেয় হয় না। দেওয়ানী বিষয়ে ইউরোপীয়েরা মফস্বল আদালতের অধীনস্থ। তাঁহারা এই যুক্তিত করে বলুন না কেন যে এ দেশীয় মুনসেফদিগের নিকটে তাহাদিগের বিচার না হয়. গবর্ণমেণ্ট কি ইউরোপীয়দিগের কুসংস্কারকে প্রশ্রয় দিবার উদ্দেশে এ দেশীয়দিগকে মুনসেফি পদ হইতে বঞ্চিত করিবেন? আমরা দুঃখিত হইলাম ইণ্ডিয়ান রিকর্ডর সম্পাদক ইউরোপীয়দিগের উল্লিখিত কুসংস্কারের প্রশ্রয় দিয়াছেন। যে রাজনীতি শ্রেণিবিশেষের কুসংস্কারের অনুরোধ রক্ষা করে তাহা নির্দ্দোষ ও প্রশংসনীয় নহে। যে বিষয় বিশুদ্ধ রাজনীতির অনুমোদিত, তাহা কখন বিশুদ্ধ ধর্ম্মের অননুমোদিত হয় না। যাঁহারা ধর্ম্ম ভেদ প্রদর্শন করিয়া রাজনীতি বিঘটিত ও বিকলিত করেন, তাঁহারা যথার্থ রাজনীতিজ্ঞ নহেন। যিনি ভারতবর্ষের শুভাকাঙ্ক্ষী এবং যিনি স্বদেশীয়দিগের প্রতিনিধি বলিয়া পরিচয় দিতে উৎসুক, তাঁহার এ সকল বিষয় বিবেচনা করিয়া লেখা কর্ত্তব্য। হিন্দুপেট্রিয়ট এই জন্যই ভারতবর্ষীয়দিগের প্রতিনিধি বলিয়া পরিগণিত ও আদরের পাত্র হইয়াছেন।

বোম্বাইয়ের পারসী ও হিন্দুরা উল্লিখিত অধিকারের পুনর্লাভ বাসনায় পার্লিয়ামেণ্ট মহাসভায় আবেদন করিয়াছেন। মান্দ্রাজ ও বঙ্গ দেশের লোকদিগেরও এ বিষয়ে উদাসীন থাকা বিধেয় নয়। এবম্বিধ বিষয়ের নিমিত্ত পার্লিয়ামেণ্টে যে আবেদন হয়, তাহাতে একটি মহতী ত্রুটি হইয়া থাকে। তিন প্রেসিডেন্সির একত্রিত হইয়া এই সকল আবেদন করা কর্ত্তব্য। তাহা হইলে আবেদনের ভার গুরুতর হয়। ভারতবর্ষীয় সভা কি জন্য বোম্বাই ও মান্দ্রাজের সভাকে এ বিষয়ে পরামর্শ না দেন? বর্ত্তমান আবেদন যাহাতে এ দেশের যাবতীয় প্রেসিডেন্সি হইতে যুগপৎ প্রেরিত হয়, ভারতবর্ষীয় সভা তদ্বিষয়ে সবিশেষ যত্ন করুন। উল্লিখিত অধিকার লাভের জন্য আমাদিগের যত দূর সাধ্য চেষ্টা করা উচিত। যদি ভারতবর্ষের সমুদায় লোকে একত্র হইয়া এ বিষয়ে প্রতিবাদ করেন, ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট কোন ক্রমেই আপনাদিগের অন্যায় ও অনর্থমূলক আজ্ঞা অপরিবর্ত্তিত রাখিতে সাহসী হইবেন না।

পতিতভূমি বিক্রয়

এই বিষয়টী যেমন আমাদিগের অতীত গবর্ণরজেনরলকে শেষাবস্থায় শ্রীবৃদ্ধিকারিদিগের প্রিয় পাত্র করিয়াছিল, তেমনি আবার নূতন গবর্ণর জেনরলকে ঐ মহাপুরুষদিগের বিদ্বেষ বিষয় করিয়া তুলিতেছে। লার্ড কানিঙের সময়ে পতিত ভূমি বিক্রয় প্রতিজ্ঞা সিদ্ধপ্রায় হইয়াছিল, শ্রীবৃদ্ধিকারিদিগের আনন্দের পরিসীমা ছিল না। কিন্তু লার্ড এলগিন হইতে তাঁহাদিগের মনোরথ পূর্ণ হইবার ব্যাঘাত জন্মিয়াছে। শেষোক্ত লার্ড আপাততঃ পতিতভূমি বিক্রয় বন্ধ করিয়া দিয়াছেন. শ্রীবৃদ্ধিকারি দলের কোপ সীমাতিক্রম করিয়াছে। ভারতবর্ষের ভূমিতে ইহাদিগের নিতান্ত লোভ দৃষ্টি পড়িয়াছে। ইহাঁদিগের প্রস্তাবানুসারেই লার্ড কানিঙ পতিত ভূমি বিক্রয়ের প্রতিজ্ঞা প্রকাশ করেন। যে দিবস লার্ড এলগিন কলিকাতায় আসিবেন, সেই মৃত শাসনকর্ত্তা এইবিষয়ের বিল ব্যবস্থাপক সভায় অর্পণ করিয়া তাহা শীঘ্র বিধিবদ্ধ হইবার অভিপ্রায় প্রকাশ করেন। এবিষয়ের শীঘ্র নিষ্পত্তি হয়, লার্ড কানিঙের একান্ত ইচ্ছা ছিল, কিন্তু নানা কারণে এ বিষয় স্থগিত রহিয়াছে।

আমাদিগের ভূতপূর্ব্ব শাসনকর্ত্তা পতিতভূমি বিক্রয় করিবার যে আজ্ঞা দেন, শ্রীবৃদ্ধিকারির দল ব্যতিরিক্ত অন্য সকলে তাহাতে সংপূর্ণ অনুমোদন করেন নাই। পতিতভূমি বিক্রয় করিবার উদ্দেশ্য কেবল কি গবর্ণমেণ্টের ধনাগার পরিপূর্ণ করা অথবা ইহার অপেক্ষা আর কিছু গুরুতর উদ্দেশ্য আছে। বন পূর্ণ ভূমি সকল পরিষ্কার করিয়া ভারতবর্ষের শ্রীবৃদ্ধি সাধন করা কি মুখ্য উদ্দেশ্য নয়? যদি তাহা হয়, তাহা হইলে লার্ড কানিঙের পতিতভূমি বিক্রয় করিবার আজ্ঞা নির্দ্দোষ নহে। গ্রাণ্ট সাহেব প্রভৃতি ভারতবর্ষীয় ভূমির বিশেষজ্ঞ ব্যক্তিরা বলেন, মালাক্কা, সুন্দরবন প্রভৃতির ভূমির ন্যায় এই সকল ভূমি বিক্রয় করিবার সময়ে ক্রেতাদিগকে এই প্রতিজ্ঞাপাশে বদ্ধ করিয়া লওয়া কর্ত্তব্য যে, যিনি যে ভূমি লইবেন, তাঁহাকে কয়েক বৎসরের মধ্যে কিয়দংশ পরিষ্কৃত ও কর্ষিত করিতে হইবে, নচেৎ গবর্ণমেণ্ট ভূমি বাজেআপ্ত করিবেন, "শ্রীবৃদ্ধিকারীরা" ইহাতে সম্মত ছিলেন না এবং লার্ড কানিঙও তাঁহাদিগের প্রার্থনা পরিপূর্ণ করাই শ্রেয়ঃসাধন জ্ঞান করেন। যাহারা নীল ও চা প্রভৃতির উৎপাদন কার্য্যে ব্রতী হন, তাহাদিগের যত মূলধন থাকে, তাহা এক্ষণে কাহার অবিদিত নাই। তাঁহারা প্রথমে কিঞ্চিৎ টাকা কর্জ্জ করিয়া কাজ আরম্ভ করেন, শেষে [illegible] চাষ প্রভৃতির উপরেই নির্ভর। গ্রাণ্ট

সাহেব প্রভৃতির অনুমোদিত ভূমি বিক্রয় প্রথা অবলম্বিত হইলে ক্রেতৃগণের প্রথমে অনেক টাকা সংগ্রহের আবশ্যক করে। যাঁহারা সেই আবশ্যক অর্থ সংগ্রহ করিয়া কার্যে প্রবৃত্ত হইতে পারেন, তাঁহাদিগের দ্বারাই দেশের কল্যাণ হইবার সম্ভাবনা. কিন্তু শ্রীবৃদ্ধিকারিদলে তাদৃশ লোকের সংখ্যা অল্প। নূতন গবর্ণর জেনেরলের মন্ত্রিদিগের মধ্যে এ বিষয়ে মতভেদ হওয়াতে লার্ড এলগিন এ বিষয়ে সর চার্লস উডের মত গ্রহণ প্রতীক্ষা করিয়াছেন। রাজপুরুষেরা ভারতবর্ষে যে সমস্ত নূতন নূতন বিধি নিষেধাদি করেন তাহা ভারত[illegible] শ্রেয়ঃসাধন লক্ষ্য করিয়া [illegible] হয়, আমরা বরাবর এই অনুরোধ করিয়া আসিতেছি। কিন্তু অত্রত্য রাজপুরুষেরা সকল সময়ে এই নিয়মের অনুসারে কার্য করিতে পারেন না। তাঁহারা শ্রেণি বিশেষের ভয়ে রাজনীতির অননুমোদিত অনেক কার্য করিয়া থাকেন। এরূপ অবস্থায় সর চার্লস উডের হস্তার্পণ ভারতের মঙ্গল হেতু সন্দেহ নাই। সর চার্লস উড বলেন, পল্লীগ্রাম মধ্যে যে সকল পতিত ভূমি আছে, তাহা সাধারণের গোচারণের স্থান ও সাধারণ সম্পত্তি, অতএব তাহা বিক্রয় করা বিধেয় হয় না। তদ্দ্বারা সাধারণের স্বত্ব হানি হইবার সম্ভাবনা! পর্বত প্রভৃতি স্থানে যে সকল বন পূর্ণ ভূমি আছে, তাহাই বিক্রয়ের যোগ্য। আমরাও এই বাক্যে অনুমোদন করি। ফলতঃ আমাদিগের অভিপ্রেত এই, পর্বত প্রভৃতি প্রদেশে যে সকল ভূমি পতিত আছে, তাহাই শ্রীবৃদ্ধিকারিদিগকে দেওয়া হয় এবং তাহারা তাহা লইয়া কেলি[illegible]। শ্রীবৃদ্ধিকারিদিগের সচরাচর যে [illegible]চরিত্র দেখিতে পাওয়া যায়, তাহাদিগকে [illegible], [illegible] ও জনপদে বাস করিতে [illegible] সকল স্থানে [illegible] [illegible] উক্তরূপে অনিষ্ট ঘটিবে। পূর্ববাসিদিগের অনিষ্ট এই, শ্রীবৃদ্ধিকারিদিগের দৌরাত্ম্যে তাহাদিগের বাস করা ভার হইবে এবং শ্রীবৃদ্ধিকারিদিগের অনিষ্ট এই যে পূর্ববাসিদিগের সংসর্গে শ্রীবৃদ্ধিকারিদিগের শারীরিক ও মানসিক উভয়বিধ বলের ক্রমশঃ হ্রাস হইয়া যাইবে।

নীল প্রধান প্রদেশের প্রজাদিগের কষ্ট।

এই হতভাগ্যদিগের কি কষ্টের শেষ হইবে না? এতদ্দেশীয় প্রজারা ও নীলকর ইহার অন্যতর উৎসন্ন না হইলে বুঝি রাজপুরুষেরা উহাদিগের বিবাদের মীমাংসা করিবেন না। উৎসন্ন হইতে প্রজারাই হইবে, যেহেতু তাহারা দুর্বল। নীল সংক্রান্ত যত মকদ্দমা হইয়াছে ও হইতেছে, তাহার সমুদায়েই প্রায় বিচারপতিদিগের পক্ষপাতিতা ও অনভিজ্ঞতা স্পষ্ট প্রকাশ পাইয়াছে। আমরা পূর্বে শুনিয়াছি, এখনও শুনিতেছি কোন কোন ডেপুটি কালেক্টর অন্যায় করিয়া ডিক্রি দিয়াছেন, কোন কোন মাজিস্ট্রেট সামান্য দোষে অথবা বিনা দোষে কেবল নীলকরের কথায় অনেক প্রজাকে কারারুদ্ধ করিয়াছেন। ছোট আদালতের বারিষ্টর বিচারপতিরা ত নীলকরদিগের গুরুদেবতা। তাঁহাদিগকে পাইবার জন্য শ্রীবৃদ্ধিকারীর দল অনেক আরাধনা করিয়াছিলেন। বারিষ্টরেরাও প্রসন্ন হইয়া তাঁহাদিগকে পূর্ণমনোরথ করিয়াছেন। সম্প্রতি যশোহরের অন্তঃপাতি জেনিদহের প্রজারা তত্রত্য ছোট আদালতের জজ লিভাস সাহেবের নামে এই বলিয়া নালীশ করিয়াছে যে তিনি নীলকর মিয়ার্স সাহেবের কুঠিতে কাছারি করেন। মিয়ার্স যাহার নামে নালীশ করেন, তাহা সত্য হউক আর না হউক, বিচারপতি তাহারই বিপক্ষে আজ্ঞা দেন। অধিকাংশ প্রজা ভয়ে নীলকুঠীতে গমন করিতে পারে না; সুতরাং প্রায় একতরফা ডিক্রিই হইয়া থাকে। নীলকরদিগের [illegible] স্পর্দ্ধা ও অমানুষিকতার ত্রুটি নাই। তাঁহারা সকলকে আপনাদিগের তত্রত্য দেখাইবার জন্য কয়েক জনের নামে নালীশ করেন, তাহারা দাদন লইয়াছে, স্বীকার করিয়াছে। পাঠকগণ! জানেন তাহারা কে? তাহারা সকলেই নীলকরের লোক। তাহাদিগের বিরুদ্ধে ডিক্রি মাত্র হইয়াছে। কিন্তু তাহা[illegible]দিগকে কোন ক্ষতি গ্রস্ত হইতে হয় নাই। লিভাস কথায় কথায় লোকের জরিমানা করেন। পাঠকবর্গের স্মরণ থাকিতে পারে, যশোহরের সহকারী মাজিস্ট্রেটের গুণে [illegible] পুলিস সেনাদিগের সহায়তায় মথুরানাথ আচার্য নামক এক ব্যক্তির বাটীতে [illegible] হয়। ঐ ব্যক্তিকে নীলকরদিগের চক্রান্তে ৩০০০ টাকা জরিমানা দিতে হই[illegible]য়াছে। আচার্য নীল বপন করিতে দিতে[illegible]ছে না, তাহাতেই প্রজারা দাদন লইয়া [illegible] করার ভয় বাড়িতেছে নীলকরেরা এই কথা বলিবামাত্র বিচারপতি তাঁহার জরিমানা করেন। ঐ ব্যক্তি গবর্ণমেন্টের নিকটে আবেদন করিয়াছেন। যদি সুবিচার এক কালে ভারতবর্ষ ত্যাগ না করিয়া থাকেন, ঐ ব্যক্তির দুঃখের প্রতীকার হইবে।

বিচারপতি অর্থি অথবা প্রত্যর্থির সহিত একত্র বাস করিলে এতদ্দেশীয়েরা তাঁহার কৃত বিচারে অবিশ্বাস করেন, ইহা প্রধান পুরুষেরা জানেন না এমন নয়, তথাপি যে তাঁহারা ইহার নিবারণ করিতেছেন না, ইহা অল্প বিস্ময়ের বিষয় নহে। এই অবিশ্বাসের বিশিষ্ট কারণ আছে। এরূপ অনেক শুনা গিয়াছে নীলকরদিগের খানা ও শাম্পেন বিচারপতির মতিভ্রম জন্মাইয়া দিয়াছে। লিভাস কি অনুরোধে নীলকুঠীতে কাছারি করেন? ইহাতে কোন ব্যক্তি তাঁহার পক্ষপাতিতা শঙ্কা না করিবেন? আমরা নিশ্চয় বলিতে পারি জজের নিকটে যে সকল নালীশ [illegible] তাহা স[illegible]

হে। প্রজারা দাদন লয় নাই। দাদন ল
লে নীলকরেরা তাহা পাকা করিয়া লিখি
য়া লইতেন সন্দেহ নাই, তাহারা সা
দা কাগজে দিয়া রেজিষ্টারিতে করার
ত্র লিখাইয়া লইবার পাত্র নহেন? যদি
ল বিশ্বাস থাকিলে ঐ রূপ ঘটনা
ওয়া অসম্ভাবিত নহে, নীলঘটিত গোল
াগ হইয়া অবধি পরস্পরের সেবিধা
 গিয়াছে। ছিলই বা কি? এরূপ স্থলে
ার্ম প্রভৃতি যে সকল দলিল দিতে
ছেন, তাহা সহজে প্রমাণসিদ্ধ বিবেচনা
রা কোন ক্রমেই ন্যায়ানুগত নহে। যে
চারপতি ইহা বুঝিয়া উঠিতে না পারে
, তাঁহাকে এই দণ্ডে বিদায় দেওয়া
র্ত্তব্য।

যশোহরে ত এই হইতেছে। নদীয়ার
বষয় হিন্দুপেট্রিয়টে সবিশেষ বর্ণিত হই
াছে। নদীয়ার এক জন খৃষ্টীয়ান ডেপুটি
ালেক্টর সম্প্রতি অন্যায় করিয়া এক মো
কদ্দমায় নীলকরের জয় করিয়া দিয়াছেন।
 প্রজার নামে নালীশ হয়, তাহার উপা
ধি গোস্বামী. কিন্তু নীলকরের যথার্থ দলি
লে তাহা ঘোষামী লিখিত আছে। উক্ত
প্রজা এই অন্যায় আজ্ঞার প্রতিবাদ করি
। তত্রত্য জজ লুই জাকসনসাহেবের নিক
ট নালীশ করে। তিনি নথি চাহিবাতে
ডেপুটি কালেক্টর বলেন, তাহা ডাকে প্রেরি
ত হইয়াছে। কিন্তু তাহা কৃষ্ণনগরের জজ
আদালতে পঁহুছে নাই। লুই জাকসনসা
হেব গমন করিলে এলফিনষ্টন জাকসন
সাহেব দেখিলেন নথি হারাইয়াছে। অন
্তর এই নিষ্ঠ খৃষ্টধর্মী বিচারপতি প্রজা
র বিরুদ্ধ ডিক্রী অপরিবর্ত্তিত রাখিলেন!!! যখন প্রজা নীলকরের দলিল
জাল বলিতেছে, তখন এই রূপ আজ্ঞা
দান যে কতদূর অন্যায়, তাহা সকলে
বুঝিতে পারিয়াছেন। দক্ষিণ কারোলি
নার বিচারপতিরা বিচার করিবার সময়ে
অধিকতর সাবধানতা শক্তিসম্পন্ন সুরাপান
করিয়া থাকেন। আমাদিগের বিচারপতি
রা বিচারকালে সুরাপান না করিয়াও সু
রাপায়ীর কার্য্য করেন।

এক্ষণে গবর্ণমেণ্টকে দুই একটী অনু
রোধ করা উচিত। প্রথমতঃ লিডামকে এই
দণ্ডে মিয়ার্সের নীলকুঠি ত্যাগ করিতে ব
লুন, তাঁহার বিরুদ্ধে যে আবেদন হইয়া
ছে, উত্তমরূপে তাহার বিচার করা উচিত
সাক্ষী দ্বারা যদি লিডামের পক্ষপাত সপ্র
মাণ হয়, তাহা হইলে তাঁহাকে এই দণ্ডে
পদচ্যুত করা কর্ত্তব্য। খৃষ্টীয়ান ডেপুটি কা
লেক্টর কে? পাঠকগণ বোধ হয় বুঝিতে পা
রিয়াছেন। ইনি যখন আসেসর ছিলেন
তখন ইহার নামে উৎকোচ গ্রহণের নালী
শ হয়। ইনি ধর্ম্মবলে রক্ষা পাইয়াছেন।
কিন্তু ইহার ভ্রাতাকে কারাগারে যাইতে হ
ইয়াছে। উক্ত সদ্গুণ সম্পন্ন ডেপুটি কা
লেক্টর নথি ডাকে পাঠাইয়াছেন কি না;
তাহা কাহা দ্বারা পাঠান হইয়াছিল; সে
কি প্রকারে হারাইয়াছে; কোথায় এবং
কি প্রকারে হারাইল, এই সকল বিষয়ের
সবিশেষ অনুসন্ধান করা অতিশয় আবশ্য
ক। উল্লিখিত নথি অদ্যি ডাকে যায়
নাই ত?

পুস্তক প্রাপ্তি।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করি
তেছি, এসপ্তাহে এক খানি বাঙ্গালা ও এক
খানি ইংরাজী এই দুই খানি নূতন পুস্তক
প্রাপ্ত হইয়াছি। বাঙ্গলা খানির নাম ভূগো
লপরিচয়। কলুটোলা ব্রাঞ্চ স্কুলের অন্যতর
পণ্ডিত শ্রীযুক্ত রাজবল্লভ ভট্টাচার্য্য এতৎ
প্রণয়ন করিয়াছেন। বালকদিগের পাঠার্থে ই
হাতে সংক্ষেপে ভূগোল বৃত্তান্ত লিখিত হই-
য়াছে। ইহা প্রথম শিক্ষার্থিদিগের উপযোগী
হইয়াছে। কটলণ্ডের ফ্রি চর্চের অন্যতম মিস
নরি রেবরেণ্ড জন বোমণ্ট সাহেব হুগলীর
দুটিয়া বাজারের এক সভায় যে বক্তৃতা করে
ন, তাহাতে দ্বিতীয় পুস্তক খানির সৃষ্টি হই
য়াছে। ইহার সারাংশ আমরা আগামি বারে
পাঠকগণের গোচর করিব ১৫৩

লণ্ডন ১৩ই জুন ১৮৬২।

প্রিয় সম্পাদক!

লণ্ডন এক্ষণে এক অপূর্ব্ব রূপ ধারণ ক-
রিয়াছে। প্রাচীন কবি ও পুরাবৃত্ত লেখকেরা
অযোধ্যা, নিনেবা, বাবিলন, মেম্ফিস ও রো-
মক পত্তন প্রভৃতি নগরকে মনুষ্য কুলের গৌ-
রব স্বরূপ বলিয়া বর্ণন করিয়াছেন। সেই মনঃ
কল্পিত বর্ণনা সকল কেবল বর্ত্তমান লণ্ডনে
সংসিদ্ধ হইতেছে। এই মহানগর মনুষ্য-জন-
তার মহতী কীর্ত্তি। এক্ষণে ইহাকে একটী ক্ষুদ্র
পৃথিবী বলিলে হয়। পৃথিবীর সর্ব্বাংশ হইতে
সহস্র সহস্র লোক সমাগত হইয়াছে; ইউ
রোপ, আসিয়া, আফ্রিকা, এবং আমেরিকা
যেন একটি আধিপ্রয়ণিক ক্ষেত্রে পরস্পর সা
ক্ষাৎ করিতেছে। মিসর দেশের অধিপতি,
জাপান দেশীয় রাজদূতগণ, তুরুক, হিন্দী
প্রভৃতি দেশের দূত সকল, এবং রাজোপা
ধিধারী নানা দেশীয় বহুশত ব্যক্তি এস্থানে
বিচরণ করিতেছেন। এখানকার অসংখ্য মনো
রঞ্জক বিষয় সকল দর্শকদের নিমিত্ত অভিযুক্ত
হইয়াছে। অশ্বক্রীড়া, মল্লক্রীড়া, নৌকাক্রীড়া,
ক্রিকেট, বিলিয়র্ড, চতুরঙ্গ প্রভৃতি অশেষবিধ
আমোদ সকল লোকদিগকে আকর্ষণ করি
তেছে। সায় কাল উপস্থিত হইলে নানা
স্থানে গীত নৃত্য, মিত্র সম্মিলন প্রভৃতি বি
বিধ সুখে লোক সকল পরিতৃপ্ত হইতেছে।
কীন প্রভৃতি জগদ্বিখ্যাত নটেরা এতন্নগরীর
মনোহর নাট্যশালায় আপনাদের ক্ষমতা
মত প্রকাশ করিতেছেন। এক দিন
অট্টালিকা প্রতিদিবস বহুসহস্র ব্যক্তি
ক্রমণ করিতেছে। লার্ড ক্রহমের
বিদ্যোৎসাহিনী সভা ও ইউরোপস্থ
তিন সভা এখানে উপবেশন করাতে
বিখ্যাত ব্যক্তি একত্রিত হইয়াছেন
রূপ চতুর্দ্দিকে যে কত ব্যাপার
তেছে, তাহার সংখ্যা করিয়া উঠা দুঃ
সাধ্য করা উচিত, স্বয়ং লণ্ডনবাসী
স্বীকার করিতেছে যে লণ্ডনের
ধর অতুল, অদ্ভুতপূর্ব্ব কথা
আমি বিশেষ মনোযোগের
ভারতবর্ষীয় শিল্পকার্য্য বস্তু সকল
দিগ সম্প্রতি এগজিবিশনে দিয়া
ন্যান্য দেশীয় দ্রব্যের সহিত তুলনা

[illegible] কোন ক্রমেই অস্বীকার করিতে [illegible] না। [illegible] আক্ষেপের বিষয় [illegible] কলিকাতার শিল্প বিদ্যালয়ের ছাত্রদের [illegible] কোন কোন দ্রব্য এখানে প্রেরিত [illegible] ও পরিবর্তে অনিপুণ স্বভাব [illegible] প্রেরিত হইয়াছে। [illegible] কাশ্মীরের শাল, বারাণসীর কি খাব [illegible] উপলক্ষে এই অভিপ্রায় [illegible] করিতেছি না। এসকল ব্যাপারে আমা[illegible] প্রাচীন নৈপুণ্য [illegible] আছে। বস্ত্র [illegible] চিত্রাদির বিষয় বলিতেছি। [illegible] যোজিত কর্ম না দেখ ইহা যদি [illegible] রাজগণ সর্বকালের [illegible] কর্ম [illegible] দেশের [illegible] লইয়া প্রদর্শিত [illegible] তবে সজ্জন ব্যক্তিরা অবশ্যই [illegible] আমরা আমির [illegible] নিতান্ত অপটু, মিথ্যা [illegible] রীতি বটে, কিন্তু [illegible] আমরা যথার্থ [illegible] হউক, যদি আমাদের [illegible] বর্ত্তমান [illegible] ফটোগ্রাফ [illegible] করিতেন, তবে [illegible]

[illegible]

সংখ্যা ৫২০০০০, স্তরাং সাধারণের মনের প্রীতি হইতেছে, যেহেতু ফেজেরজেরা [illegible] ন [illegible] করিতেছে, তথায় [illegible] না করিলে, তত্রত্য লোকদিগকে [illegible] নাই। [illegible] কেবল [illegible] যাপন করিতেছে। [illegible] আদেশ [illegible] তাহার কোন সম্ভাবনা [illegible] না।

[illegible] লোকদের [illegible]

[illegible] বন্দী [illegible] নিকসিয়া [illegible] হইয়াছে। [illegible]

[illegible]

অনেক প্রসিদ্ধ লোক ও প্রসিদ্ধ ঘোটক [illegible] একত্রিত হইয়াছিল। কিন্তু কখন পূর্বা[illegible] যুবা ব্যক্তিরা কোন ঘোটক সর্বজয়ী হইবে [illegible] লইয়া বাজী রাখিয়াছিল, কেহই [illegible] নাই যে [illegible] নামক এক [illegible] অনায়াসে সুবিখ্যাত ঘোটকের [illegible] করিতে পারিবে। বস্তুতঃ ঐ ঘোটক [illegible] সর্বজয়ী হইয়াছে। এক [illegible] অশ্বে আরোহণ করিয়াছিল [illegible] জীবনের [illegible] প্রদান করিয়াছেন।

[illegible] মধ্যে মধ্যে [illegible]

[illegible]

[illegible] প্রাপ্ত।

[illegible] দিয়াছে। [illegible]

[illegible]ত মুনসেফদিগের বেতন বৃদ্ধি করিয়া [illegible]তে অসন্তুষ্টির কারণ উচ্ছেদ করিবেন। [illegible] উত্তর পশ্চিম প্রদেশে কয়েকটি [illegible] সদরআমিন আদালত উঠাইয়া দিয়া [illegible] মুনসেফদিগের বেতন বৃদ্ধি করা হইয়াছে, [illegible] সকল আদালতে বাঙ্গালিদিগের আশী[illegible] সকল করিতে ক্রটি করিবেন না। ফলেও [illegible] করা উচিত পূর্ব্বে যেরূপ হউক, [illegible] মুনসেফদের বেতন বৃদ্ধি না [illegible] তাহাদিগের বিলক্ষণ [illegible] হইতেছে। [illegible] বৎসর অতীত হইল [illegible] সিরিস্তাদারগণের প্রতি [illegible] পর্য্যন্ত হইয়াছেন এমন চৌকিদ[illegible] যেখানে বেতন ও কি পর্য্যন্ত [illegible] শতাধিক টাকা মাসে উপার্জ্জন করে, এমন কি অনেক [illegible] (আব[illegible] [illegible] ১০০ টাকার অধিক পাইয়া [illegible] কর্ম্মচারির দ্বিগুণ বেতন, [illegible] কি মুনসেফদিগের [illegible] [illegible] নহে।

[illegible] আমাদের [illegible] [illegible] কাজের [illegible] সেক্সন [illegible] আইনে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] হইবে যে অবধি তিনেমর [illegible] [illegible] [illegible] হইয়াছিল, [illegible] নীল [illegible] এই উপস্থিত হয় নাই, কিন্তু [illegible] মোকদ্দমার [illegible] দেখিয়া কেহ যেন [illegible] পরিমাণ অনুমান না করেন [illegible] অতিরিক্ত [illegible] এবং [illegible] আইন [illegible] মোকদ্দমা উপস্থিত হইয়াছে। [illegible] কর্ম্মচারির সংখ্যা বৃদ্ধি [illegible] নাই। [illegible] নীল ঘটিত মোকদ্দমার [illegible] প্রাদুর্ভাব নাই। কোন কোন নীলকর [illegible] মালের [illegible] বলিয়া দশ [illegible] মোকদ্দমা উপস্থিত করিয়াছিলেন। ঐ মোকদ্দমা গুলি তাঁহাদের অনুকূলে নিষ্পত্তি হইলে প্রতি [illegible] হইতে দুই এক হাজার করিয়া নালিস উপস্থিত হইত সন্দেহ নাই। কিন্তু নীল করেরা [illegible]দিগের দাবি সপ্রমাণ করিতে না-

পারাতে ঐ সকল মোকদ্দমা ডিসমিস হইয়া গিয়াছে। এই ছোটআদালতে ঘুষের প্রাদুর্ভাব নাই। সকল বিচারালয়ে এইরূপ হইলে দেশের কত উন্নতি লাভ হয়, [illegible] লোকেরা তাহা বেশ বুঝিতে পারিতেছেন।

৩। এখানে একটি সাহেব ডেপুটি মাজিষ্ট্রেট আছেন। [illegible] তাঁহার কার্য্য প্রণালীতে গোমস্তাদেরই দোষ [illegible] উপায় নাই। তাঁহার যাহা ইচ্ছা তাহাই করিয়া থাকেন। [illegible] তিনি [illegible] অপেক্ষাও এক [illegible] বড় মনে করেন। সম্পাদক মহাশয়! [illegible] [illegible] কথা [illegible] হইলে [illegible] [illegible] হয়। ইনি ২৫ আইন অর্থাৎ [illegible] [illegible] [illegible] যাহা সাক্ষীদিগের [illegible] লইয়া থাকেন, [illegible] কার্য্যে ডেপুটি [illegible] একটি [illegible] ব্যক্তি। [illegible] চোরের [illegible] ছিলেন। তাঁহার [illegible] [illegible] [illegible] গিয়াছে, [illegible] হয় নাই [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] আছেন, [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] যথোচিত [illegible] [illegible] সাহেব কে তাহার [illegible] [illegible] [illegible] [illegible] হইল, তরিফপুরের একটি সিবিলিয়ান ম্যাজিষ্ট্রেট লোকের [illegible] ঐ কথা [illegible] দিতেন। সেই স্থানের লোকেরা গবর্ণমেণ্টে আবেদন করিয়া [illegible] অপরাধ প্রমাণ করিলে পর তিনি [illegible] হইয়া অপেক্ষাকৃত [illegible] স্থানে প্রেরিত হয়েন। ডেপুটি সাহেবের মনে করা উচিত, গত নীল গোলযোগে যশোহরের লোকেরা গবর্ণমেণ্টে আবেদন করা শিখিয়াছে।

৪। এখানকার ব্রাহ্মসমাজ একণ এক রূপ চলিতেছে। অত্রস্থ জজ বাহাদুরের যত্ন ও উপদেশে অনেকেই বঙ্গভাষার আলোচনায় সমধিক অনুরাগ প্রকাশ করিতেছেন। [illegible] দলের শিক্ষার জন্য তাঁহার প্রস্তাবিত নাইট [illegible] স্কুলটি শীঘ্র সংস্থাপিত হইলে আমরা চির বাধিত হইব।

৫। এপ্রদেশে এবার উত্তম নীল হইয়াছিল কিন্তু নিপীড়িত প্রজাদিগের অতি-সম্পাত বশতই হউক অথবা অন্যকোন গুঢ় কারণ বশতই হউক একাদিক্রমে কয়েক দিন বৃষ্টি হওয়াতে নীলের গাছ বিনাশোন্মুখ হইয়াছে।

৬। দুরাত্মা বরল সাহেবের মোকদ্দমার বৃত্তান্ত এই যশোহরের শ্রীযুক্ত রসল সাহেব সংপ্রতি দুরাত্মাদিগের মধ্যে এক জনকে ফাঁসি ও [illegible] জনকে যাবজ্জীবন দ্বীপান্তর এবং [illegible] জনকে দশবৎসর করিয়া কারারুদ্ধ করিবার আদেশ করিয়াছেন। যে ব্যক্তির ফাঁসের বি[illegible] হইয়াছে, সে ব্যক্তি ঐ গ্রামের চৌকিদার। কোন বিশ্বস্ত বন্ধু মুখে শুনিলাম দুরাত্মা [illegible] সেখাই নগরে দত হইয়া খুলনিয়ার [illegible] [illegible] হইয়াছে। কয়েক দিবস হইল তাহাকে [illegible] আনিবার জন্য ২০ জন সিপাহি প্রেরিত হইয়াছে। দেখা যাউক গবর্ণমেণ্ট [illegible] কি হয়।

৭। যশোহরে যে মুদ্রাযন্ত্র আনীত হইয়াছে, তাহা হইতে অবিলম্বে এক খানা সম্বাদপত্র প্রচারিত হইবে। শুনা গেল কৃষ্ণনগরেও ঐরূপ উদ্যোগ হইতেছে।

৮। সম্প্রতি অত্রতত্র ছোটআদালতে দ্বিতীয় ক্লার্কের বাসায় ভয়ানক একটি চুরি হইয়া গিয়াছে। আমাদের ডেপুটি সাহেব স্বয়ং সেখানে উপস্থিত হইয়া তাঁহার [illegible] চরিতার্থ করিয়াছেন। মহাশয়! সঞ্চাইটি আজি কালি এটি বড় ছোট কথা নয়

[illegible] হইতে প্রাপ্ত।

সম্পাদক মহাশয়।

১৭ই আষাঢ় অবধি দুই তিন দিন [illegible] কতকগুলি রাজসৈন্য আসিয়া অত্যাচার [illegible] করে। যে সিপাহি ৫ আনার দ্রব্য [illegible] দোকানিকে এক পয়সা দেয়, তাহার

তিশয় ভয় বলিতে হয়। ইহাতেই শিপাহিরা বাজারে কেমন দৌরাত্ম্য করে তাহা সকলে বুঝিতে পারিবেন। দোকানিরা অত্যাচার দেখিয়া দোকান বন্ধ করাতে এখানকার লোকদিগের আহার সামগ্রী দুর্মূল্য হয়, দুঃখি লোকেরা বেগার ধরিবার ভয়ে ঘরের বাহির হয় না, কি ইতর, কি ভদ্র, গৃহস্থ মাত্রেই শান্তি ও প্রাণভয়ে সশঙ্কিত। শিপাহিদিগের সমভিব্যাহারি অশ্ব সকলকে রাজ পথে রাখাতে সাধারণের গমনাগমনেরও সবিশেষ ব্যাঘাত জন্মে। ঐ দিবস বৈকালে এখানকার রাজবাটীর হস্তিপক হস্তিনী লইয়া যাইতেছিল। অশ্বজাতির স্বভাব হস্তি দেখিলে লম্ফ ঝম্ফ করিয়া থাকে। ঐ হস্তীকে আসিতে দেখিয়া শিপাহিরা নিষেধ করে। হস্তিপক উপায়ান্তর না থাকাতে সেই পথে আসিতে লাগিল। তাহা দেখিয়া তিন চারি জন শিপাহি তত্রস্থিত একটা বাঁশ লইয়া প্রথমতঃ হস্তীকে বিলক্ষণ প্রহার করিল। তাহার পর মাহতের কর্ণমূল ও মস্তকে এমন প্রহার করিল যে, সে হস্তী হইতে ভূমিতে পড়িয়া রক্ত বমন করিতে লাগিল। দেখা গেল তাহার মস্তকের একস্থান অত্যন্ত ক্ষত হইয়াছে, তথাপি ঐ দুরাত্মারা প্রহার করিতে বিরত হয় নাই, মৃতপ্রায় হইলে ছাড়িয়াদেয়। শুনিতে পাই গবর্ণমেন্ট ইহাদিগকে শান্তিরক্ষার জন্য রাখিয়াছেন কিন্তু আমাদের এখন এমন মন যে ইহারা গেলেই আপদ শান্তি হয়।

গত আশ্বিনমাসে পূজার কয়েক দিন বন্যার দরুণ লোকের বাটী ঘর রাখাই ভার হইয়াছিল, সেই কষ্টের উপর আবার কতকগুলি শিপাহি আসিয়া যৎপরোনাস্তি দৌরাত্ম্য করিয়া গিয়াছে। পরে শীতকালে আবার এই রূপ হয়। বোধ করি এখন এই রূপই হইতে চলিল।

বিবিধ সংবাদ।

৩১এ আষাঢ় সোমবার।

মাঞ্চেষ্টরের তন্তুবায় মজুরদিগের সাহায্যার্থ উত্তর পশ্চিমাঞ্চলে চাঁদা আরম্ভ হইয়াছে। তত্রত্য লেপ্‌টেনেন্ট গবর্ণর ২০০ টাকা প্রদান করিয়াছেন।

[illegible] অদ্যাবধি নীলকর স্মিথ সাহেবের জমীদারি পরিত্যাগ করিয়া অন্যত্র গমন করিয়াছে। তাহার ৬০০০০ টাকা আয় ছিল, তন্মধ্যে কেবল ৩৫০০০ টাকা মাত্র কর আদায় হইতেছে। আরও কর বৃদ্ধি করিলে আয় বৃদ্ধি হইবে?

আলাহাবাদে জুয়াচোরের দলবৃদ্ধি হইয়াছে। অনেক ইউরোপীয় বণিক বাহ্য আড়ম্বর দেখাইয়া ধনীর নিকট হইতে টাকা কর্জ্জ করিয়া শেষে প্রতারণা করিতেছেন।

দেউলিয়াদিগের বিচার করিবার সময়ে সর মর্ডাণ্ট ওয়েলস স্পষ্টাভিধানে কহিয়াছেন যাহারা দেউলিয়া হয় তাহারা ধূর্ত্ততা নিবন্ধন আপনাদিগকে নিঃস্ব বলিয়া পরিচয় দেয়, অতএব ইহাদিগের বাসস্থানে গিয়া বিচার করা কর্ত্তব্য। ঐরূপ না করিলে প্রতীকারেরও সম্ভাবনা নাই।

পারিসনগরে লিক্যাঙ্ক নামক এক ব্যক্তি আছে, তাহার দক্ষিণ গালে ৮ বুরুল লম্বা শৃঙ্গাকার একটী পদার্থ আছে। কর্টেনবুরোর নিকটে একটি স্ত্রীলোকের ঐ প্রকার একটী শৃঙ্গ ছিল। ঐ শৃঙ্গ অদ্যাপিও পারিসস্থ চিত্রশালিকায় রহিয়াছে। স্বভাবের কাণ্ড বলিয়া তাদৃশ বিস্ময়কর নয়

ফিনিক্স সম্পাদক শ্রবণ করিয়াছেন, উত্তর পশ্চিমাঞ্চলে স্বতন্ত্র একটি প্রধানতম বিচারালয় হইবে। সর চারল্‌স জাক্সন ইংলণ্ডে গমন করিতেছেন, অতএব সর মর্ডাণ্ট ওয়েল্‌স তত্রত্য প্রধান বিচারপতি হইবেন। সর মর্ডাণ্ট ওয়েল্‌স উত্তর পশ্চিমের যোগ্য বিচারপতি বটেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থ যে বাঙ্গালা পুস্তক নির্দ্ধারিত হইয়াছে, উক্ত পত্রের এক জন পত্র প্রেরক তাহার দোষোল্লেখ করিয়াছেন। বিশেষতঃ তিনি বলেন, এবৎসর যে অংশ নির্দ্ধারিত করা হইয়াছে, তদ্দ্বারা ছাত্রগণের কিছু মাত্র উপকার নাই। বিশ্ববিদ্যালয়ের সভ্য সকলেরা কথায় কাণ দেন না।

উক্ত সম্পাদক বলেন, অদ্যাবধি গবর্ণমেন্ট আর লবণ প্রস্তুত করিবেন না। আমদানী লবণে অধিক লাভ হইতেছে। তবে আর বৃথা ব্যয় কেন?

সর চারল্‌স উড পার্লিয়ামেন্টে মহাসভায় কহিয়াছেন, ভারতবর্ষের উদ্বৃত্ত অর্থ কালে লেঙ সাহেব হিসাবে এক কো[...] তুলিয়াছেন। লেঙ সাহেবের ভুল হ[...] আমরা মারা যাই।

লাহোর ক্রনিকেলের এক জন পত্র প্রের[...]ক লিখিয়াছেন, এক জন লেপ্টেনেন্টের বা[...] হইতে কিছু দ্রব্য অপহৃত হওয়াতে তি[...] তাঁহার খানসামার উপর সন্দেহ করেন। খা[...]নসামাকে ঐ চুরির বিষয় স্বীকার করাইবা[...] জন্য তিনি তাহাকে এক বৃক্ষে বন্ধন করি[...] এক শাখা দ্বারা প্রহার করেন। এক ঘণ্টা প্র[...]হার করিয়া সাহেবের শ্রান্তি হওয়াতে আপ[...]নি এক চৌকিতে বসিয়া অন্য ভৃত্যদিগকে প্রহার করিতে আদেশ দিলেন। খানসাম[...] বরাবর আপনার নির্দ্দোষিতার কথা বলিয়া আসিতেছিল। এক জন ভদ্র লোক তত্রস্থ[...] লেপ্টেনেন্টকে নিরস্ত হইতে বলিলেন। কি[...] তাঁহার কথা অগ্রাহ্য হওয়াতে তিনি ঐ বিষ[...] ডেপুটি কমিসনরের গোচর করিলেন। ডেপু[...] কমিসনরের আজ্ঞাক্রমে লেপ্টেনেন্টকে ধৃত [...] কারা রুদ্ধ করা হইয়াছে, হতভাগা খানস[...]মা চিকিৎসালয়ে আছে, তাহার রুধির বম[...] হইতেছে, তাহার জীবন সংশয়। এই লেপ্ট[...]নেন্ট আমাদিগকে দারোগার গুণ বিস্ম[...] করাইলেন।

টাইমস অব ইণ্ডিয়া পত্রে বোম্বাইয়ে[...] কয়েক জন তুলার বণিকের ধূর্ত্ততার বি[...] প্রকাশিত হইয়াছে। তাঁহারা পূর্ব্বে এক দ[...] স্থির করিয়া পরে তাহার পরিবর্ত্ত করাতে অনেককে ক্ষতি গ্রস্ত হইতে হইয়াছে। পৃথি[...]বী কি কেবল বঞ্চনারই স্থল?

অদ্য প্রধানতম বিচারালয়ের ফৌজদা[...] সেসিয়ন আরম্ভ হইয়াছে। সর মর্ডাণ্ট ওয়েলস বিচারপতি। এবার কয়েকটি গুরুত[...] মোকদ্দমা আছে।

হঙ্‌কঙের বিখ্যাত অহিফেনের বণি[...] হরমসজী রস্তমজী দেউলিয়া হইয়া দেকে[...] দ্বীপে পলায়ন করিয়াছেন।

হিন্দুপেট্রিয়ট সম্পাদক বলেন সম্প্রতি ক[...]য়েক জন অবৈতনিক মাজিষ্ট্রেট হরিণবা[...] দর্শন করিয়া অসন্তুষ্ট হইয়াছেন। তাহার[...] বাটীগত যে দোষ আছে, তাহা তাঁহারা শী[...]ঘ্র গবর্ণমেন্টের গোচর করিবেন। ঐ হস্ত[...]

দিগের প্রতি কিঞ্চিৎ কৃপা দৃষ্টি করা উচিত।

উক্ত পত্রে একজন লিখিয়াছেন কৃষ্ণনগরের মিসনরি ডাউসন একটি বালককে পদাঘাত করিয়াছিলেন বলিয়া বিদ্যালয়ের সমুদয় ছাত্র "হরিবোল" দিয়া বিদ্যালয় ত্যাগ করিয়াছে। প্রহৃত বালক মাজিষ্ট্রেটের নিকট নালীশ করে, মিসনরির দোষ প্রমাণ হইল তথাপি মাজিষ্ট্রেট বালকটির ১০ টাকা জরিমানা করিয়াছেন। এমন না হইলে মাজিষ্ট্রেট কি?

আমরা বঙ্গোজ্জ্বল পত্রে জমীদার ও প্র দিগের পরস্পরের সম্বন্ধ সংক্রান্ত এক উ প্রস্তাব পাঠ করিয়া সন্তুষ্ট হইয়াছি। এই রের প্রস্তাব আন্দোলিত হইলেই সংবাদ ত্রের উন্নতি হয়।

বরিশাল হইতে এক ব্যক্তি লিখিয়াছেন, ত্রত্য মাজিষ্ট্রেট প্রত্যহ আমলাদিগকে লি দেন ও জরিমানা করেন। তত্রত্য সক ই ইহাতে বিরক্ত হইয়াছেন। প্রজাগণ বে এই সকল অযোগ্য ব্যক্তির হাত এড়াই ন।

২২ এ আষাঢ় মঙ্গলবার।

লেজটনগরে মাদকদ্রব্যীয় অহিফেন ০ টাকায় বিক্রীত হইয়াছে। এদিকে সর লস উড পার্লিয়ামেণ্টে বলিয়াছেন, অ জন্যে এক কোটি টাকা অনুমান, এদিকে শের অহিফেনের একশত টাকা মূল্য কমি লেও সাধিক দুইশত টাকা আয়ের উপর ষ্টাক্স পুনরায় না প্রবর্ত্তিত হয়।

ইঙ্গলিসমেন সম্পাদক টেলিগ্রাফযোগে নিম্ন লিখিত ইউরোপীয় সমাচার প্রাপ্ত হইয়াছেন —

লণ্ডন ২৪এ জুন। "হাউস অব কমন্সে মতগ্রহণ দ্বারা তুলা আমদানি সংক্রান্ত তর্ক ত হইয়া গিয়াছে। গবর্ণমেণ্ট তুলা উৎ দন বিষয়ে সমুদায় সুবিধা করিয়া দিবেন স্বীকার করিয়াছেন।

লার্ড পামর্ষ্টন সভাসভায় বলিয়াছেন, লণ্ড ও ফ্রান্সের পরস্পর সদ্ভাব আছে। ... শি উভয় ইচ্ছা এই ... করুন সভায় অর্থ দান বিল না ...

করেন। কারণ পারিলে গুরুতর বিষয়ের আন্দোলন হইতে পারে।

হারিসনর্গ নগরে ফ্রিমণ্টের সহিত জাকসনের ঘোরতর যুদ্ধ হইয়া গিয়াছে। উভয় পক্ষীয় বিস্তর লোক প্রাণ ত্যাগ করিয়াছে। জাকসন পরে পলায়ন করেন। অতিশয় বৃষ্টি হওয়াতে গবর্ণমেণ্টের সেনাদল রিচমণ্ডের নিকটে অগ্রসর হইতে পারে নাই। তাহাদিগের সাহায্যার্থ যে সকল সৈন্য আসিতেছে, তাহারা তাহাদিগের প্রতীক্ষা করিতেছে। তাহার পর চারলস্টৌন আক্রমণ করা হইবে। মেম্ফিসে অনেক তুলা দগ্ধ করা হইয়াছে, তিন কোটি টাকার নোট বাহির করা হইয়াছে।

পারিস। ২১এ জুন। ফরাশী সংবাদপত্রে প্রকাশিত হইয়াছে সেনাপতি বৃদ্ধি দশ সহস্র সহকারী সৈন্যের সহিত মেক্সিকো দেশে যাইতেছেন।" তবে কি ইংলণ্ডের সহিত ফ্রান্সের সৌহৃদ্য বিচ্ছেদ সম্ভাবনা হইয়াছে?

টেলিগ্রাফ যোগে নিম্ন লিখিত চীনদেশীয় সংবাদ আসিয়াছে।

করমজী রুস্তমজী নামক পারসীদিগের হৌস দেউলিয়া হইয়াছে। ৩৫ লক্ষ টাকা তাহাদিগের ঋণ। যত দূর জানা গিয়াছে তাহাদিগের কিছুই সম্পত্তি নাই। টপিক নামক অহিফেনের জাহাজের অধ্যক্ষ অতিশয় দুর্বৃত্ততা প্রকাশ করিয়াছিলেন। তিনি ২,৫০০ সিন্দুকের মূল্য লইয়া রসিদ দেন অথচ জাহাজে ১১টী সিন্দুক মাত্র পাওয়া গিয়াছে। টপিকের অধ্যক্ষকে ফাঁসি দেওয়া হইয়াছে। রুস্তমজী ঘোরযোষিত ... উপনিবেশে পলায়ন করিয়াছেন। অহিফেনের ... বড় মন্দ, মূল্য আরও কমিয়াছে।

... সম্প্রতি ... স্বীকার করিয়াছেন।

রেবেনিউ বোর্ড ... আজ্ঞা দিয়াছেন আপাততঃ ... ভূমি বিক্রীত হইবে না। যাঁহারা ভূমি ক্রয় করিবার আবেদন রেজিষ্টর করিবেন তাহা লওয়া হইবে, কিন্তু তাঁহারা যেন এরূপ ভাবেন না, তাঁহারা প্রার্থিত ভূমি পাইবেন অঙ্গীকার করা হইল। ... জন্য টাকা লওয়া হইবে না, ... হইয়াছে ... দেওয়া হইবে। সর চারলস উড মহাশয় ... করিয়া

ছেন পর্ব্বতের উপরিস্থ ... সুন্দরবন প্রভৃতির ভূমি বিক্রয় করা যা পারে বটে কিন্তু এবিষয়ে তিনি লার্ড ক্যা নিংএর প্রস্তাবের এককালে অনুমোদন ক নাই। "প্রতিকারীর" দল কি বলিয়া ... বলা যায় না।

ফিনিক্স পত্রের ভাগলপুরের সংবাদদাতা বলেন, লেপ্টেনেণ্ট গবর্ণর ভাগলপুরের বিচারালয়, কারাগার বিদ্যালয় প্রভৃতি দর্শন ... সন্তুষ্ট হইয়াছেন। তিনি কর্ম্মনাশা নদী পর্য্যন্ত রেইলওয়ে যাত্রা গিয়াছিলেন। তত্রত্য লোকেরা তাঁহাকে এক অভিনন্দন পত্র দিতে চাহিয়াছিলেন কিন্তু কোন কারণ বশতঃ দেওয়া হয় নাই। যাহা হউক, ভাগলপুর বীডন সাহেবের কার্য্যের প্রথম স্থান, তথায় তাঁহার বিস্তর শুভাকাঙ্ক্ষী আছেন।

টাইমস অব ইণ্ডিয়ার একজন পত্র ... ফ্রেণ্ড অব ইণ্ডিয়ার বর্ণিত ... ভাবের বিষয়ে লিখিয়াছেন সেযোজ্য ... ক অনেক অলীক কথা লিখিয়াছেন ... দেশে একণে মুসলমানদিগের কোন ... যোগ নাই। ইংলণ্ডেশ্বরীর ঘোষণা ... সকলেই নিশ্চিন্ত আছেন। কিন্তু ফ্রেণ্ডের ... ভাব দেখিয়া তত্রত্য অনেক ভদ্রবিদ্য ব্যক্তি ভীত ও চিন্তিত হইয়াছেন। তাহাদিগের সংস্কার আছে গবর্ণমেণ্টের আদেশানুসারে ফ্রেণ্ড অব ইণ্ডিয়ায় অনেক প্রস্তাব লিখিত হয়। অযোধ্যা লইবার পূর্ব্বে এই প্রকার কয়েকটী বিষয় লিখিত হইয়াছিল। অতএব অনেকে সন্দেহ করিতেছেন, হায়দ্রাবাদের নবাবকেও বা রাজ্য পরিত্যাগ করিতে হয়। লার্ড ক্যানিঙের প্রতিকূল প্রস্তাব সকল দেখিয়াও কি ফ্রেণ্ড অব ইণ্ডিয়ার বিষয়ে আজিও লোকের উল্লিখিত ভ্রম আছে? যাহা হউক, ফ্রেণ্ড অব ইণ্ডিয়া "ফ্রেণ্ড" এই নাম লইয়া ভারতবর্ষের অত্যন্ত অপকার করিতেছেন।

উক্ত পত্রের লক্ষ্ণৌস্থিত সংবাদদাতা বলেন, তত্রত্য বিচারকার্য্যের কমিসনর কাবেল আপনার রিপোর্ট মধ্যে তালুকদারদিগের অপ্রকাশ্য চরিত্রদোষ লিখিয়াছিলেন ...

...জা দেন। কাবেল ফ্রেণ্ড অব ইণ্ডিয়া-র লেখক হইবার যোগ্য লোক।

হিন্দুস্থান সম্পাদক বলেন, আগরা মথুরা প্রভৃতি স্থানে ওলাউঠার প্রাদুর্ভাব হইয়াছে। ওলাউঠা কি সকল ঋতুই অধিকার করিয়া লইল?

ইটোয়ার নিরঞ্জন সিংহ নামক একজন দস্যু ধৃত হইয়াছে। রাজা মানসিংহ তাহার জামীন হইয়া তাহাকে মুক্ত করিয়াছেন। সে আর ইংলণ্ডেশ্বরীর রাজ্যে আসিতে পারিবে না।

সম্প্রতি সর মর্ডাণ্ট ওয়েলস একজন আফিসরের খানসামাকে মিয়াদ দিবার সময়ে বলিয়াছেন "আমি সর্ব্বদা শুনিতে পাই যুবক আফিসরদিগের ভৃত্যেরা তাঁহাদিগেরই দ্রব্যাদি অপহরণ করে। এবার যে ভৃত্য এই অপরাধে দোষী হইবে তাহাকে আমি নিঃসন্দেহ দ্বীপান্তরিত করিব"। সর মর্ডাণ্ট ওয়েলস উত্তম কল্প স্থির করিয়াছেন। এই সঙ্গে আর একটী বিষয় স্থির করিয়া রাখা আবশ্যক। যুবক আফিসরদিগের যাহারা কথায় কথায় নরহত্যা করে, তাহাদিগের কিরূপ বিচার করিবেন?

ভাস্কর সম্পাদক বলেন, ডুকের বাটীর দুই জন সহিস দুটি অশ্ব লইয়া বারাকপুরে গিয়াছিল। দুই জন "অশ্বক্রিকারী" তাহাদিগের নিকট অশ্ব ক্রয় করিবার ছল করিয়া তাহাতে আরোহণ পূর্ব্বক তাহাদিগকে এক পত্র দিয়া বলিল "অমুক বাটীর সাহেবের নিকটে যাইলে অশ্বের মূল্য ও তোমাদিগের বকসিস দিবেন" ধূর্ত্তেরা এই কহিয়া প্রস্থান করিল, সহিসেরা নির্দ্দিষ্ট স্থানে গিয়া প্রতারণা জানিতে পারিল। এই দুই ধূর্ত্ত ধৃত হইয়াছে। তাহাদিগের দশ বৎসর কারাবাসের আদেশ হইয়াছে।

১লা শ্রাবণ বুধবার।

বাণিজ্যের আফিস এক বাটীতে করিবার যে কল্পনা হয়, ক্রমশঃ তাহা ... দেখা যাইতেছে। পবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের প্রধান রাজকর্ম্মচারিদিগের ... করিয়াছেন কোন আফিসে ... স্থান আবশ্যক।

মিলেটারি ফিনান্স কমিসন আফিসের ... দেন পেমাষ্টরেরা বঙ্গদেশের সেনা সংক্রান্ত বেতন, পেনসন প্রভৃতির চেক আডিটর ও আকাউণ্টাণ্ট জেনরলের সম্মতির প্রতীক্ষা না করিয়া আপনারা তত্তৎ স্থানীয় ধনাগার হইতে তাকাইয়া লইতে পারিবেন। জাল হইয়াছে। অনেকেঃ ... কষ্ট সহ্য করিতে হইত।

চীনদেশ হইতে সংবাদ আসিয়াছে বিদ্রোহীরা সম্প্রতি একটি যুদ্ধে জয় লাভ করিয়াছে। ফরাসী ও ইংরাজ সেনাগণ আপনাদিগের শিবিরমধ্যে এক প্রকার রুগ্ন হইয়াছে। আমরা এক্ষণে বুঝিতে পারিলাম কি জন্য কয়েক রেজিমেণ্ট শীকসেনা চীনদেশে প্রেরিত হইবে।

রাও সাহেব কহিয়াছেন, বিদ্রোহের প্রারম্ভে নানা সাহেব তাঁহাকে বিথুরের সেনাপতি করেন। সেনাপতি জেনেরল নানাকে তথা হইতে দূরীভূত করিলে রাও সাহেব ক্রমাবধি কুলপীতে পলায়ন করিয়া সেনা সংগ্রহ করিয়া তাতিয়াতোপির সহিত একত্র হন। কুলপী ইংরাজদিগের অধীনস্থ হইলে তাঁহারা গোয়ালিয়রে গমন করেন। তৎপরে মধ্য ভারতবর্ষে পলায়ন করেন। ধাউসার নিকটে তাঁতিয়া পরাজিত হইলে উভয়ের বিচ্ছেদ হয়। ঝান্সীর রাণী কিয়দ্দিবস তাঁহাদিগের সহিত ছিলেন কিন্তু গোয়ালিয়রের নিকটে আহত হইয়া তিনি অন্যত্র গমন করেন। সমস্ত সৈন্য ছিন্ন ভিন্ন হইয়া গেলে পর রাও সাহেব আত্ম সমর্পণ করিবার সঙ্কল্প করিয়াছিলেন, কিন্তু তাঁহার সহচরগণের অনুরোধে তাহা করিতে পারেন নাই। তিনি নাম পরিবর্ত্ত করিয়া পঞ্জাবে ও কাশ্মীরে ভ্রমণ করেন। শিয়ালকোটে ভীমরাও নামক এক ভৃত্য বাটী যাইবার ছল করিয়া তাঁহাকে ধৃত করিয়া দেয়। তিনি স্পষ্টাভিধানে কহিয়াছেন কোন ইউরোপীয় তাঁহার হস্তে হত হন নাই।

শুনা গেল, ফরাসীরা কোচিন চীনে দুইটি বৃহৎ প্রদেশ প্রাপ্ত হইয়াছে। ফরাসীরাজ্য আসিবার ক্রমে বদ্ধমূল হইয়া উঠিতেছে।

ঢাকা নিউস সম্পাদক বলেন, ... মালা মাকে সাহেবের নামে যে উৎকোচ ... অভিযোগ হয়, তাহা অনেক কাল্পনিক ... প্রমাণ হইয়াছে। ... ডেপুটী মাজিষ্ট্রেট দোষ হইতে দোষী হইয়াছেন।

উক্ত সম্পাদক সলার সাহেবের পরিবর্ত্তে বাবু রামকানাই ঘোষের নিয়োগ দর্শনে বিস্ময় প্রকাশ না করিয়াছেন। সলার সাহেব কিছু দিন ঢাকায় নর্ম্মাল বিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন। তিনি কোথায় গিয়াছেন? সলার কিঞ্চিৎ টাকা কর্জ্জ করিয়া চন্দননগরের দিকে সরিয়া পড়িয়াছেন।

২রা শ্রাবণ বৃহস্পতিবার।

... পত্রে প্রকাশিত হইয়াছে তিব্বত ও কাশ্মীরের পর্ব্বত সকল জরিপ করা হইতেছে। কয়েক জন ফিরিঙ্গি ইহা করিতেছেন। প্রধান প্রধান শৃঙ্গের উচ্চতার পরিমাণ নিম্নে লিখিত হইতেছে:—

এবরেষ্ট	২৯,০০২	ফিট
কেকে	২৮,২১৮	ঐ
কাঞ্চনজঙ্ঘা	২৮,১১৩	ঐ
ধবলগিরি	২৬,৮২৬	ঐ

দানাপুরে এক জন ইউরোপীয় সম্পূর্ণ একটি ইউরোপীয় স্ত্রীলোকের সতীত্ব নষ্ট করিয়াছে। ঐ ব্যক্তি এক জন ... ভারজ পুত্র। সে পূর্ব্বে সেনাদলে এক জন সেপ্টেন্ট ছিল। ... সে এক জন ... ব্যক্তিকে বিবাহ করে। একটি কুলকামিনী দাসী ... তাহাদিগের সহিত আইসে। লেপ্‌টেনাণ্টের স্ত্রী যে দিবস সূতিকা গৃহে প্রবেশ করেন, সে সেই দিবস ঐ বালিকার ... নষ্ট করিয়াছে। ঐ অনপেক্ষিতের উপযুক্ত দণ্ড করা কর্ত্তব্য।

বীরভূমের কয়লা কোম্পানির অংশীরা শতকরা ৫ টাকা লাভ পাইয়াছেন। ... পথের রেইলওয়ে হইলে তাহাদিগের অধিকতর লাভ হইবার সম্ভাবনা আছে।

গবর্ণমেণ্ট আজ্ঞা করিয়াছেন, ... যে সকল কর্ম্মচারীকে ... দেওয়া হইয়া, তাহারা যদি ত্রৈমাস ... থাকেন, তাহা হইলে তাঁহাদিগকে ঐ ... বেতন পুরস্কার স্বরূপ দেওয়া ... সচেৎ নহে।

সিঙ্গাপুরে বাষ্পীয় আলোক হইতেছে।

... জুলাই অবধি পুনানগরে ঘোষ... হয়। ... সভার কার্য্য আরম্ভ হয়। আমাদিগের ব্যবস্থাপক সভা এ... ...

অল্প দিন হইল, এক ব্যক্তি ওলন্দাজ রাজার বোর্নিও দ্বীপের নিকটে এক জন বোম্বেটে রাজাকে আক্রমণ করিয়া ৩০ জনকে বন্দীভূত করিয়াছে। বোম্বেটিয়ারা সবিশেষ সাহস ও অধ্যবসায় সহকারে যুদ্ধ করিয়াছিল। তাহাতে কয়েক জন ওলন্দাজ আফিসর হত হইয়াছেন। ওলন্দাজ ও ইংরাজেরা মিলিয়া এই দুর্বৃত্তদিগের বাসা ভাঙ্গিয়া দিল।

নয় জন ফরাশীদলত্যাগী সৈন্য কাম্বোডিয়ার বিদ্রোহীদিগের প্রধান হইয়া শ্যামদেশীয় গবর্ণমেন্টের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করিয়াছে। এই যুদ্ধে ফরাশীরা বা শেষে শ্যামদেশেও হস্তক্ষেপ করেন।

বোম্বাইয়ের এক জন হিন্দু বণিক প্রচার করিয়া দিয়াছেন, যে ব্যক্তি ইংরাজিতে বেদ সংক্রান্ত উৎকৃষ্ট প্রবন্ধ লিখিতে পারিবেন, তাহাকে ২০০০ টাকা পুরস্কার দিবেন। তজ্জন্য উইলিয়ম নিকোল কোম্পানির হস্তে ঐ টাকা আছে। সুবিখ্যাত ডাক্তর হগ লেখার পরীক্ষা করিবেন।

সর চার্লস উড প্রধানতম বিচারালয়ের বিচারপতিদিগের বেতন প্রভৃতি স্থির করিয়াছেন, অতঃপর প্রধান বিচারপতি প্রতি বৎসর ৭২০০০ টাকা ও অন্য অন্য বিচারপতিরা ৫০,০০০ টাকা পাইবেন। সিবিলিয়ান বিচারপতিরা সিবিল সরবিসের নিয়মানুসারে বিদায় পাইবেন। সাধারণ কার্য্যোপলক্ষে ছয় মাস বিদায় দেওয়া হইবে। এক বৎসরের অধিক অনুপস্থিত থাকিলে কর্ম্ম যাইবে। প্রধান বিচারপতি বার বৎসরের পর ১৮,০০০ টাকা বার্ষিক বৃত্তি পাইবেন, কিন্তু তাঁহাকে অন্ততঃ এই বার বৎসরের ছয় বৎসর প্রধান বিচারপতির কার্য্য করিতে হইবে। অন্য অন্য বিচারপতিরা নিয়মিত সময়ের পর অর্দ্ধেক বেতন পেনসনের স্বরূপ পাইবেন। ইংলণ্ড হইতে যে প্রধান বিচারপতি আসিবেন, তিনি ১০,০০০ ও অন্য অন্য জজ ৮০০০ টাকা পাথেয় পাইবেন।

জেনরল কার্ণেগি যিনি লক্ষ্ণৌ [illegible] বিদ্রোহকালে গবর্ণমেন্টকে কাগজ অল্প মূল্যে ক্রয় করেন, তাঁহাকে পদচ্যুত করা হইয়াছে।

[illegible]পুরের বিখ্যাত জমীদার মহারাজ ভারতবর্ষ ত্যাগ করিয়াছেন। হিন্দুর বিলাতের পূর্ব্বে মরেলকে যাইতে দেওয়া যাহার পর নাই অন্যায় হইয়াছে। মরেলের দুইজন ভৃত্য দ্বীপান্তরিত ও একজনের ফাঁসী হইয়াছে।

গবর্ণমেন্টের ভিন্ন ভিন্ন ধনাগারে নিম্নলিখিত টাকা জমা আছে।

ভারতবর্ষীয় গবর্ণমেন্টের	২,৫৪,৪৫,০২৭
বঙ্গদেশীয় ঐ	১,৮৯,০৫,৬৯৫
উত্তর পশ্চিমাঞ্চলের	৩,০০,৭৩,০৯৩
পঞ্জাবের ঐ	৮০৯,৬৬৮
বোম্বাইয়ের	৩,২৭,৫৮,৬২৫
মধ্য ভারতবর্ষের ঐ	৫৮,৯০,৫৯২
দক্ষিণাত্যের	২৫,১১,০৬৭
মান্দ্রাজের	৩,১৫,০০,৭০৩
মোট টাকা	১৮ ৫৩,২৭,০৬৭

গত মাস অপেক্ষা এবার তহবিলে অধিক টাকা আছে।

রসেল উইলিয়মস নামক এক জন ইংরাজ আপনাকে কাপ্তেন রসেল বলিয়া পরিচয় দিয়া বোম্বাই ও মান্দ্রাজের কয়েক ব্যাঙ্কে ১২০০ টাকার হুণ্ডি জাল করিয়া ধৃত হইয়াছে, ঐ ব্যক্তি ৯৫ গণিত সেনাদলের এক জন লেপ্টেনন্ট। ক্রমশঃ উচ্চতরের ইউরোপীয় দলেও জালকারিতা প্রবিষ্ট দৃষ্ট হইতেছে।

লাহোর ক্রনিকেল সম্পাদক বলেন অল্প দিন হইল দোস্ত মহম্মদ খাঁর পুত্র মহম্মদ সরিফ সুলতানজানের এক দল সৈন্যকে পরাজিত করিয়া কয়েকটি দুর্গ অধিকার করিয়াছেন।

এবার প্রধানতম বিচারালয়ের সেশিয়নে কয়েকটি বারাঙ্গনাকে ধুতুরা খাওয়াইয়া তাহাদিগের অলঙ্কার অপহরণ করিবার মোকদ্দমা হইয়াছে। সর মর্ডাণ্ট ওয়েলস যাবতীয় দোষী ব্যক্তিকে সাত বৎসর করিয়া দ্বীপান্তরিত করিয়া বলিয়াছেন, এবার আর কেহ একাজ করিলে তিনি গুরুতর দণ্ডবিধান করিবেন। যাবতীয় কুক্রিয়া বারাঙ্গনাগৃহে রাশীভূত হইয়াছে। গুরুদণ্ড বিধানদ্বারা ক্রমে তাহার নিবারণ চেষ্টা করা উচিত।

আগামি শনিবার ভারতবর্ষীয় [illegible] সভার অধিবেশন হইবে। প্রধানতম [illegible] নর সংক্রান্ত নিয়মগুলিই এই [illegible] উদ্দেশ্য। এবার যে উপস্থিত [illegible] সকলেই কলিকাতা ত্যাগ করিয়াছেন।

সিংহপ্রকাশের [illegible] সম্পাদক বলেন, তত্রত্য রাজা [illegible] নিবারণের উদ্দেশে [illegible] করিতেছেন। [illegible] জেনেরল [illegible] কোম্পানি [illegible] প্রেরণ করিয়াছেন।

ফিলিপের রাজধানী [illegible] সংবাদ দাতা বলেন, [illegible] গবর্ণমেন্ট [illegible] করিয়া পলায়নীয় অবস্থা [illegible] পূর্ব্বক সাধারণ বিচারালয় প্রভৃতি স্থানান্তরিত করিবার সংকল্প করিয়াছেন। ঐ সকল বাটী অধিকার করা হইবে, [illegible] অন্য বাটী নির্ম্মিত না হইবে বাঙ্গালা [illegible] বিচার কার্য্য হইবে।

মার্কেটের [illegible] দিগের সমারোহ [illegible] ন্য সর্ব্বশুদ্ধ ৫৬,১৩০।০ আদায় হইয়াছে। এতদ্দেশীয় অনেকে ক্রমশঃ টাকা দিতেছেন।

অযোধ্যাগেজেট সম্পাদক [illegible] নাগার সেতুর একটি খিলানে চিড় খাইয়াছে। ইহা অত্যন্ত শঙ্কার বিষয় সন্দেহ কি? আগ্রা রেইলওয়েতে [illegible] যে পুল হইতেছে সেই পুল ঝুলাইবার নিমিত্ত [illegible] হয়, তাহার একটির [illegible] ইঞ্জিনিয়রেরা যথোচিত সাবধান না [illegible] কয়েক জন লোকের প্রাণ নষ্ট হয়।

ইষ্ট ইণ্ডিয়ার কোম্পানির [illegible] নিকটে [illegible] সেতু আরম্ভ হইবে। ইহার জন্য ৪৮ লক্ষ টাকা ব্যয় হইয়াছে। সেতুর সাতটি খিলান হইবে।

ইণ্ডিয়ান মিরারের [illegible] সম্পাদক বলেন তত্রত্য ছোট আদালতের তিন জন বিচার পতি বাবু [illegible] মিত্র, [illegible] সাহেব ও [illegible] সাহেব সর্ব্ব সাধারণের প্রিয় পাত্র হইয়াছেন। নীল করেরাও তাঁহাদিগের বিচারের কোন দোষ বাহির করিতে পারেন না। ইহারা তিন জনেই সদরআলা ছিলেন, এবং তিন জনেই ১০০০ টাকা বেতনে [illegible] শ্রেণির বিচার পতি হইয়াছেন। নীল করেরা তাঁহাদিগের বিচারের দোষ বাহির

[illegible] না পারেন, কিন্তু তাঁহাদিগের প্রতি অবশ্যই সন্দেহ নাই।

উক্ত পত্রে লেখেন, [illegible] আদালতের বাবু কৃষ্ণনাথ [illegible] গবর্ণমেণ্টের আজ্ঞার বিরুদ্ধে গত বৎসর অপেক্ষা এ বৎসর দ্বিগুণ, চতুর্গুণ ইনকমট্যাক্স আদায় করিয়াছেন। ইর্বিন সাহেব তাঁহাকে এ কার্য্য করিতে নিষেধ করিয়াছিলেন। নিষেধ করিলে কি হয়, গবর্ণমেণ্টের নিকটে প্রতিপত্তি চাই কি না।

[illegible] শ্রাবণ বৃহস্পতিবার।

আমরা পূর্ব্বে হুগলির ইমাম বাড়ীর সম্মুখে বরের সহিত যে বাজার সম্বাদ লিখিয়াছিলাম, তৎপ্রসঙ্গে এক ব্যক্তি হুগলি হইতে লিখিয়া পাঠাইয়াছেন, বিবাহের ব্যাঘাত হয় [illegible], মুসলমানদিগের এক প্রধান ব্যক্তি তাহা উপলক্ষ করিয়া আপনি যে গাড়িতে বরের [illegible] পশ্চাৎ যাইতেছিলেন, বরকে সেই গাড়িতে আরোহণ করাইয়া বিবাহ স্থলে পাঠাইয়া দেন এবং আপনি মাজিষ্ট্রেটের নিকট যান। মাজিষ্ট্রেট দারোগার উপরে বাজনা [illegible] অনুমতি দেন। দারোগা পর দিন অনেক লোক জন লইয়া ইমাম বাড়ীর সম্মুখে উপস্থিত থাকেন। বর সমারোহ করিয়া প্রত্যাগমন করেন। মাজিষ্ট্রেট তাহাদিগের এই ব্যবহারে মালীন হইয়াছে কিন্তু তাহার [illegible] হয় নাই।

ঐ পত্র প্রেরক আরো বলেন, এক ব্যক্তি [illegible] বর্ষীয়া একটী বালিকাকে বলৎকার করিয়াছে। তাহার মকদ্দমা হইতেছে।

আমরা কালনা হইতে দুই খানি পত্র পাইয়াছি, দুই খানিতেই দেখা গেল, তথায় ব[illegible] সমারোহে বারইয়ারি পূজা হইয়া গিয়াছে। পত্রপ্রেরকেরা উভয়েই আক্ষেপ করিয়া [illegible], এদেশীয়েরা যদি এই রূপ অনর্থক অর্থ ব্যয় না করিয়া কল্যাণকর কার্য্যে অর্থ ব্যয় করেন, দেশের শ্রীবৃদ্ধি হয়। যাঁহারা বারইয়ারি পূজার মত তাঁহাদিগের কি কল্যাণকর [illegible] কার্য্যের প্রবর্ত্তন করিবার [illegible] আছে?

[illegible]বাদের যে সকল লোক ৫৭ [illegible] সহায়তা করিয়া বিদ্রোহ ঘটাইবার চেষ্টা করিয়াছিল, তাহাদিগের মধ্যে অনেকে [illegible] দণ্ড পাইয়াছে। কয়েক জন বণিক [illegible] উদ্যোগী ছিল। এক জনের [illegible] ৭৫,০০০ টাকা জরিমানা হইয়াছে।

গবর্ণমেণ্ট আবেসিনিয়ার আরো নাবক [illegible] একটী বৃত্তান্ত প্রকাশ করি- [illegible] জীর্ণ অপেক্ষা কঠিন, ইহা [illegible] বাটীর ঘড়ি প্রভৃতি [illegible] কোথায় কি আছে তাহা অনুসন্ধান প্রকাশ করিতে হইয়াছে।

সিন্ধিয়ান পত্রে প্রকাশ করে সিন্ধুদেশ হইতে অনেক বাহাদুর [illegible] হইতেছে। সিন্ধু নদের তীরে যে সকল বৃহৎ বৃক্ষ আছে, তদ্দ্বারা রেইলওয়ে প্রভৃতির সবিশেষ সহায়তা হইতে পারে।

লাহোর ক্রনিকেল সম্পাদক বলেন, আমীরদোস্ত মহম্মদ কন্দা নগর আক্রমণ করিয়াছেন। সুলতান জান নগর রক্ষক সেনাদিগের সহায়তার জন্য সেনা প্রেরণ করেন নাই। সুতরাং কন্দা শীঘ্র শত্রুহস্তে পতিত হইবার সম্ভাবনা।

ডাকযোগে যাহাতে হুণ্ডি প্রভৃতি নিরাপদে আইসে এক ব্যক্তি তদ্বিষয়ক কার্য্যাধ্যক্ষ হইতেছেন। টাকার পরিমাণে কি দিলে সুর বিবেচনা করিয়া তাহার মাশুল লওয়া হইবে। ডাকযোগে এখন রেজেষ্টরী করিয়া পত্র প্রেরণ করিলেও নিরাপদ নাই।

ফিনিক্স সম্পাদক সর বার্নেস পিককে, বঙ্গদেশীয় অধস্থ বিচারালয় সমূহের উন্নতি সাধন করিতে অনুরোধ করিয়াছেন। আমলাগণের পরিবর্ত্ত না করিলে কিছুতেই আমাদিগের মফস্বলের বিচারালয় সমূহের দোষ সংশোধিত হইবে না।

৪ঠা শ্রাবণ শনিবার।

লেপ্টেনেন্ট গবর্ণর ছয় মাসের জন্য কলিকাতার শিল্পবিদ্যালয়ে এবং কয়েকটী বালিকা বিদ্যালয় ও অন্য অন্য বিদ্যালয়ে আনুকূল্য প্রদান করিয়াছেন।

বাঙ্গালার দক্ষিণ বিভাগের বিদ্যালয় সমূহের ইনিস্পেক্টর লজ সাহেব মাসে ৩০০ টাকা পেন্সন পাইবেন। এই টাকা ভারতবর্ষে তাঁহার কোন প্রতিনিধির নিকটে দেওয়া হইবে।

শিবপুর ও হাবড়ার লবণের গোলার সংস্কারের জন্য গবর্ণমেণ্ট ১৯০০০ টাকা দিয়াছেন। লিবরপুল জেদা করাচি প্রভৃতি স্থান হইতে যে লবণ আসিতেছে, তন্নিমিত্ত কয়েকটী নূতন গোলা হইবে।

মার্চ ও এপ্রেল মাসে দিল্লীর ভূতপূর্ব্ব বাদসাহের জন্য ৭২০ টাকা ব্যয় হওয়াতে গবর্ণমেণ্ট ঐ বাদসাহের কয়েক জন ভৃত্যকে ছাড়াইয়া দিবেন এবং বাদসাহকে অপেক্ষাকৃত কিঞ্চিৎ স্বাধীনতা দেওয়া হইবে। কাপ্তেন ডেভিস তাঁহার তত্ত্বাবধারক হইয়াছেন। বৃদ্ধ মৃপতিকে অধিকতর স্বচ্ছন্দে রাখা কর্ত্তব্য।

ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট আজ্ঞা দিয়াছেন তাঁহাদিগের আজ্ঞা ব্যতিরেকে স্থানীয় গবর্ণমেণ্ট কোন নূতন প্রকার ব্যয়ের আজ্ঞা দিতে পারিবেন না। কয়েকটী বিদ্যালয়ের ব্যয় বৃদ্ধি হওয়াতে ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট [illegible] গবর্ণমেণ্টের নিকটে কৈফিয়ত চাহিয়াছেন। শেষে কেবল আটাআটি সার হইবে।

মান্দ্রাজের কলেক্টারি পুলিস এখনো [illegible] অপেক্ষা বড় উৎকৃষ্ট নহে। তত্রত্য গবর্ণরের প্রাইবেট সেক্রেটারি যখন নীলগিরিতে যাইতেছিলেন, তৎকালে কয়েক জন দস্যু তাঁহার দ্রব্যাদি লুট ও তাঁহাকে প্রহার করিয়াছে। দস্যুরা প্রধান পুরুষদিগের যে দ্রব্য সামগ্রী হরণ করিতেছে, এ ভাল হইয়াছে, যদি তাঁহাদিগের চৈতন্য হইয়া, পুলিস দোষ সংশোধিত হয়।

নিম্নলিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ বিক্রীত হইতেছে।

৪টাকার সিকা	৯১॥ ৯১৸
৪ টাকার কোম্পানির	৯২।০ ৯২॥
৫ টাকার	১০৭॥-১০৭৸
৫॥ টাকার	১১১॥-১১১৸

চীন দেশে যে বণিক দেউলিয়া হইয়াছেন তাহাদ্বারা এখানকার মার্কেণ্টাইল ব্যাঙ্ক প্রভৃতির অনেক ক্ষতি হওয়াতে কাগজের বাজার নরম হইয়াছে।

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু পুলিনবিহারি সেন বহরমপুর
১২৬৯ জ্যৈষ্ঠ অবধি ৭০ বৈশাখ পর্য্যন্ত কোং ১০
" [illegible]পতি ঘোষাল বহরমপুর
১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫
" ঈশানচন্দ্র রায় বহরমপুর
১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫
" শ্যামধন মুখোপাধ্যায় বহরমপুর
১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫
" ত্রৈলোক্যনাথ দে বহরমপুর
১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫
" শ্যামাপ্রসন্ন মুখোপাধ্যায় রামপু[illegible]
১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫
" রামসুন্দর সেন বহরমপুর
১২৬৯ জ্যৈষ্ঠ অবধি ৭০ বৈশাখ পর্য্যন্ত কোং ১[illegible]
" গোবিন্দচন্দ্র দাস কলিকাতা
১২৬৯ আষাঢ় অবধি অগ্রহায়ণ পর্য্যন্ত কোং [illegible]
" শিবরাম বন্দোপাধ্যায় দেবগ্রাম
১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং [illegible]
" গোপালচন্দ্র পাল কলিকাতা
১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫
" মহেন্দ্রনাথ রায় চৌধুরী নলডাঙ্গা
১২৬৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫
" মহেন্দ্র নারায়ণ মল্লিক বৈদ্যবাটী
১২৬৯ আষাঢ় হইতে অগ্রহায়ণ পর্য্যন্ত কোং [illegible]

এই পত্র [illegible] দক্ষিণ [illegible] প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

সন ১২৬৯ । ১৩ শ্রাবণ । ইং ১৮৬২ । ২৮ জুল

বার্ষিক মূল্য ১ টাকা
বার্ষিক অগ্রিম ১০ টাকা

বিজ্ঞাপন।

হরিনাভি সোমপ্রকাশ প্রেস

...দের নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে মফঃস্বলে সোম প্রকাশ প্রেরণ করা যায় না। ইহার বার্ষিক ... টাকা মাশুল সমেত ১০ টাকা ও ... টাকা নির্দ্ধারিত আছে। দুই মাসের ন্যূন অগ্রিম মূল্য গ্রহণ করা যায় না। মফঃস্বলে ... যদি কোন ব্যক্তি সোমপ্রকাশ গ্রহণে ইচ্ছুক হন, তিনি অগ্রিম মূল্য ... পাঠাইবেন।

বিজ্ঞাপন।

সম্প্রতি বাঙ্গালা নর্ম্মাল বিদ্যালয়ের ছাত্রদিগের নিমিত্ত ইউটস অব দি সোল "অনুবাদিত হইয়া" সোলোকের উপদেশিতা নামে এক খানি ক্ষুদ্র গ্রন্থ কলিকাতা ... যন্ত্রে মুদ্রিত হইয়াছে। মূল্য ॥০ আনা কলিকাতা।

১৮৬২ ২০ জুলাই।

[illegible]

সোমপ্রকাশ।

১৩ই শ্রাবণ সোমবার।

গাধা কি কখন ঘোড়া হয়?

আমাদিগের শিক্ষা সংক্রান্ত কার্য্যে অধ্যক্ষেরা কি লোমার চক্ষে গুরুমহাশয়দিগকে দেখিয়াছিলেন, তাহাদিগের গুণ কোন ক্রমেই ভুলিতে পারিতেছেন না। ... দিন হইল, অস্মৎ শিক্ষা সংক্রান্ত কার্য্যের প্রধানতম অধ্যক্ষ আটকিন্সন সাহেব বাঙ্গালা দেশের মধ্যম ও তৃতীয় শ্রেণীর শিক্ষা কার্য্যের সদুপায় করিবার প্রস্তাব করিয়া বাঙ্গাল গবর্ণমেন্টে এক পত্র লেখেন, লেপ্টেনন্ট গবর্ণর তাহার যে উত্তর দিয়াছেন, তদ্দ্বারা প্রতীয়মান হইতেছে, আমাদিগের গবর্ণমেন্ট উল্লিখিত শ্রেণীদ্বয়ের শিক্ষা দান বিষয়ে উদাসীন নহেন। কিন্তু আমরা ভাবিয়াছিলাম কেবল প্রধান প্রধান কালেজের অধ্যাপকদিগের বেতন বৃদ্ধি ও বাটী নির্ম্মাণ প্রভৃতি কার্য্যেই এবারের প্রস্তাব চারি লক্ষ টাকা ব্যয়িত হইবে। আটকিন্সন সাহেবের প্রস্তাবানুসারে লেপ্টেনন্ট গবর্ণরের আদেশ ক্রমে যে নিষ্পত্তি স্থির হইয়াছে, কলোপধারিতা অংশে ইহা অপেক্ষা বড় নিকৃষ্ট নহে। সে নিয়ম এই, গুরুমহাশয়েরা পাঁচ টাকা বৃত্তি পাইয়া নর্ম্মাল বিদ্যালয়ের এক ২০ সংখ্যক শিক্ষক কার্য্য শিখিবেন। তাহাদিগের যাবৎ অনুপস্থিতি কাল ইনস্পেক্টরেরা ১২ টাকা মাসিক বেতনে এক এক জন নর্ম্মাল বিদ্যালয়ের ছাত্রকে তাহাদিগের স্থানে পাঠশালায় প্রেরণ করিবেন। গুরুমহাশয়েরা পরীক্ষায় উত্তীর্ণ হইলে তাহাদিগকে স্ব স্ব ক্ষেত্রে পুনর্ব্বার সেই সেই পাঠশালায় পাঠাইয়া দেওয়া হইবে। এইরূপ করিলে এক এক পল্লীগ্রামের বিদ্যালয়ের ব্যয় বার্ষিক ৫০ টাকা হইলেই চলিতে পারিবে। গ্রাম বাসীরা অন্য অন্য ব্যয় দিবেন। উড্রো সাহেব এবম্বিধ প্রথা অবলম্বন করিয়া কৃতকার্য্য হইয়াছেন। গবর্ণমেন্ট উক্ত বিষয় সম্পাদন জন্য আপাততঃ ৫০,০০ টাকা দিবার সঙ্কল্প করিয়াছেন। অধিক ব্যয়ের আবশ্যক হইলে অনুমতি স্থির হইবে। যে টাকা বাড়িবে, তাহা ... হইতে ... দেওয়া হইবে।

গবর্ণমেন্ট কৃষক ও অন্য অন্য শ্রমিক ব্যক্তিদিগের শিক্ষার্থ যে চেষ্টা করিতেছেন, তাহা আমাদিগের অনুমোদন ... দের কিছু সন্দেহ নাই। আমরা তজ্জন্য তাহাদিগকে ধন্যবাদ করিতেছি। এ বৎসর সাহায্য দান বিষয়ে ৭৬,০০০ টাকা দেওয়া হইয়াছে। ইহা এ দেশের অধিবাসীর কল্যাণকর সন্দেহ কি? কিন্তু তাহারা যে উপায় অবলম্বন করিতেছেন, তদ্দ্বারা যে কাঙ্ক্ষিত ফল লাভ হইবে, এরূপ বোধ হইতেছে না। গুরু মহাশয়েরা পরিপূর্ণ। তাহাদিগকে সুশিক্ষিত করিয়া অভীষ্ট সাধন করা কোন ক্রমেই সুসাধ্য বোধ হইতেছে না। গাধা ঘোড়া হয় না একটী প্রসিদ্ধ কথাই আছে।

আমাদিগের শিক্ষা সংক্রান্ত কার্য্যের অধ্যক্ষদিগের অবলম্বিত নীতি নিতান্ত দুর্ব্বোধ তাহাদিগের অনেক কার্য্যে ইহার পরিচয় পাওয়া গিয়াছে। অন্য একটী উদাহরণ প্রদর্শিত হইতেছে। বাঙ্গলার দক্ষিণ বিভাগের ইনস্পেক্টর উড্রো সাহেব বিদায় গ্রহণ করাতে মেডলিকট সাহেবকে তৎপদে প্রতিষ্ঠিত করা হইয়াছে। মেডলিকট ভূতত্ত্ব বিদ্যায় পারদর্শী, তিনি শিক্ষা সংক্রান্ত কার্য্যের অভিজ্ঞ নহেন, বিশেষতঃ বাঙ্গলা জানেন না। অথচ তাঁহাকে ইন্স্পেক্টর করা হইল। বাঙ্গলা না জানিলে এ কার্য্য চলিতে পারে না এ জন্য এক জনকে ...

বার তাহার সহকারী [illegible] দেওয়া হই ল! শিক্ষা [illegible] অধ্যক্ষেরা এইরূপে যে [illegible] করিতেছেন, এটি অত্যন্ত অন্যায়! [illegible] এ বিষয়ের পাঠ কর্মী এক ব্যক্তিকে [illegible] কি ঐ টাক নষ্ট হইত? [illegible] "ডিপার্টমেন্ট কি [illegible] শিক্ষা করিবার স্থান নহে।

কৃষি পল্লীগ্রামের বিদ্যালয়ের যথার্থ উন্নতি সাধন করাই অভিপ্রেত হয়, তাহ হইলে সংস্কৃত ও নর্মাল বিদ্যালয়ের ছাত্র দিগকে প্রস্তাবিত বিদ্যালয়ে নিয়োজিত করিবার নিয়ম করাই কর্ত্তব্য। প্রথ ন গু রুমহিশয় এবম্বিধ চেষ্টা না হইবার একটী কারণ আছে। তাঁহারা মনে করেন, অল্প ব্যয়ে অধিক কার্য্য করিবেন। কিন্তু অনুধ্যান করিয়া দেখিলে এ বিষয়ে তাঁহারা ভ্রমে পতিত হইয়াছেন। অল্প ব্যয়ে কখ ভাল কাজ হয় না। তাঁহারা গুরুমহাশ দিগকে শুধরিবার চেষ্টায় যে অর্থ ব্য করিবেন, তাহা ব্যর্থ হইবে সন্দেহ নাই।

গবর্ণমেন্টের লবণ প্রস্তুত করিবার

[illegible] পরিত্যাগ।

বাণিজ্যগত স্বাধীনতা না থাকিলে ক খন উহার সম্যক শ্রীবৃদ্ধি হয় না। এই নি মিত্ত সভ্য কালের লোকদিগকে যত্নবান হইয়া ক্রমে ক্রমে সেই স্বাধীনতার ব্যাঘাত কারী বিঘ্ন সকলকে দূরীভূত করিতে দেখা যায়। অসভ্য কালের লোকেরা ইহা র বিপরীত বিবেচনা করেন। তাঁহারা মনে করেন বাণিজ্য একচেটিয়া হইলেই অধিক তর লাভের হেতু [illegible] [illegible] লিগন এই ভ্রমাত্মক সংস্কার নিবন্ধন [illegible] প্রাচীন কালে র অধিকাংশ একচেটিয়া বাণিজ্য সম্বন্ধ শুনিতে পাওয়া যায়। কিন্তু ব্রিটিশ [illegible] রুষেরা সভ্য কালের লোক [illegible] সর্ব্ব তোভাবে ভারতবর্ষে বাণিজ্যের একচেটিয়া সম্বন্ধ পরিত্যাগ করিতে পারেন [illegible] [illegible] অধিকার অবধি [illegible]

[illegible] এবং [illegible] প্রভৃতি একচেটিয়া [illegible] একচেটিয়া [illegible] আসিতেছে। [illegible] [illegible] করিয়া গুবাকের একচেটিয়া [illegible] করিয়াছেন; অহিফেন ও লবণের একচেটিয়া অদ্যাপিও রহি য়াছে। কিন্তু যে একটি ঘটনা হইয়াছে, তাহাতে [illegible] বাণিজ্য স্বাধীন হইবা র সম্ভাবনা হইয়া উঠিয়াছে।

লিবরপুল, জেদ্দা প্রভৃতি স্থান হইতে অধিক পরিমাণে লবণের আমদানী হইতে ছে। আমেরিকার যুদ্ধবিচ্ছেদ হইবার পূর্ব্বে লিবরপুল হইতে এদেশের দক্ষিণ বিভাগে বিস্তর লবণ যাইত। তত্রত্য গবর্ণমেন্ট [illegible] ক্ষিণ বিভাগের বন্দর সকল অবরুদ্ধ কর তে সেই সমুদায় লবণ একণে এ দেশে আসিতেছে। এই লবণ কি বর্ণ কি আস্বাদন উভয়থাই এ দেশের পাঙ্গা ও করক উভয়বিধ লবণ অপেক্ষা উৎকৃষ্ট। সুত রাং বঙ্গ দেশে বিশেষতঃ উত্তর পশ্চিম অঞ্চলে এই লবণই অধিক উঠতি হইতেছে। এই কারণে গবর্ণমেন্টের লবণ পূর্ব্বের ন্যায় বিক্রয় হইতেছে না। বঙ্গদেশীয় গবর্ণমেন্ট এই কারণ অবগত হইয়া রেবিনিউ বোর্ডের নিকট জিজ্ঞাসা করেন, গবর্ণমেন্ট লবণ প্রস্তুত করিবার কার্য্য পরিত্যাগ করিতে পারেন কি না? বোর্ড তদুত্তরে লিখিয়াছেন গবর্ণমেন্টের কৃত লবণের আর আর গৌরব নাই। গড়ে এ দেশে ৭৫ লক্ষ লবণ লাগিয়া থাকে। একণে গবর্ণমেন্টের ভিন্ন ভিন্ন গোলায় ৮৭ লক্ষ মণ লবণ মজুত আছে। এতদ্ভিন্ন কলিকাতার [illegible] পুল প্রভৃতি স্থান হইতে ৩৫০০০০০ [illegible] লবণ আসিয়াছে। এই সকল কা [illegible] গ্রোট সাহেব প্রস্তাব করিয়াছেন (এই প্রস্তাব ইহার পূর্ব্বে বোর্ডের প্রধান [illegible] প্লৌকোর্থ সাহেব করেন) চট্টগ্রাম [illegible] [illegible] ও বালেশ্বরের গোলাম বন্ধ কা [illegible] [illegible] পরিমাণে লবণ প্রস্তুত করা কর্ত্ত আমদানী লবণে যে শুল্ক লক্ষ [illegible]

যাহাতে [illegible] [illegible] বিশেষ লাভ এই, [illegible] [illegible] অনেক বন্ধ হইবে [illegible] হইতে লবণ চুরি করা অপেক্ষা [illegible] কর্ম সন্দেহ নাই।

লেপ্টেনেন্ট গবর্ণর বোর্ডে [illegible] ক্রমে আপাততঃ চট্টগ্রাম হিজলী [illegible] কের গোলাম উঠাইয়া দিতে [illegible] যরে কেবল একণে গোলাম [illegible] জাদি কারণ বশতঃ যদি বৈদেশিক লবণের আমদানী বন্ধ হইয়া যায়, এই নিমিত্ত গবর্ণমেন্টের গোলায় এক বৎসরের উপ যুক্ত ৮৭ লক্ষ মণ লবণ সর্ব্বদা সঞ্চিত থাকিবে। লবণ প্রস্তুত করা বন্ধ হও য়াতে যে সকল মলঙ্গী কর্মচ্যুত হইবে, তাহারা ইচ্ছা করিলে লবণের ভূমি সকল চিরস্থায়ী বন্দোবস্তে লইয়া তাহাতে কৃষি কার্য্য করিতে পারিবে। যে সকল বণিক লবণ ক্রয় করিবেন, তাহাদিগকে জানাই বার জন্য লবণের হিসাব প্রকাশিত হইবে। পূর্ব্বে কেবল বিক্রীত লবণের হিসাব প্রকা শ করা হইত; একণে গবর্ণমেন্টের গো লায় কত লবণ আছে, প্রতি মাসে দুই বার করিয়া তাহার এক এক হিসাব প্রকাশিত হইবে।

যে কোন বাণিজ্য হউক, অন্যকে বঞ্চি ত করিয়া গবর্ণমেন্টের স্বহস্তে রাখা অত্যন্ত অন্যায় কর্ম সন্দেহ নাই। কিন্তু লবণ ও অহিফেন আমাদিগের গবর্ণমেন্টের রাজ স্বের প্রধান উপায় বলিয়া তাহা ত্যাগ করি তে পারিতেছেন না। গত বৎসর এক বঙ্গ দেশে লবণে নিম্ন লিখিত আয় হইয়াছে—

আমদানী লবণের শুল্ক	৯৭,৫০,০০[illegible]
গবর্ণমেন্টের লবণের মূল্য	১,৭৯,০০,০০[illegible]
মোট	২,৭৬,৫০০০[illegible]
এজেন্সি প্রভৃতির ব্যয়	৪৮,৫৯২,৬[illegible]
লাভ	২,২৭,৯০,৭৩[illegible]

এক বঙ্গদেশে বর্ষ বর্ষে প্রায় আড়াই [illegible]

পাঁচ কোটি টাকা লভ্য হইয়াছে। আমদানী লবণে এক টাকা লভ্য হইবার সম্ভাবনা আছে কি না? ইহা পরীক্ষা স্থলে রহিল। আমাদিগের কর্ত্তৃপক্ষের মাসিক বা ত্রৈমাসিক হিসাব বাহির হয় না। তাহা হইলে আমরা এক প্রকার সংশয় ভঞ্জন করিতে পারিতাম।



নব্য সম্প্রদায় কিরূপে কার্য করিলে এদেশের উন্নতি সাধনে সমর্থ হইবেন?

হিন্দুপেট্রিয়ট, ইণ্ডিয়ান ফিল্ড, ইণ্ডিয়ান রিফর্মর ও বাঙ্গালী, এই কয় খানি পত্র আমাদিগের ধর্ম ও সামাজিক আচার ব্যবহারাদির পরিবর্ত্ত প্রসঙ্গ লইয়া কয়েক সপ্তাহ আন্দোলন করিতেছেন। তদ্দর্শন করিয়া আমাদিগের হৃদয়ে উপরি উক্ত প্রশ্ন উদিত হইতেছে। প্রশ্নটী যেমন সহজ, ইহার মীমাংসাটী তেমন সহজ নহে। যে সকল বিষয়ে প্রধান প্রধান ব্যক্তিরও মতদ্বৈধ দৃষ্ট হয়, এ বিষয়টীও তাহার অন্তর্নিবিষ্ট। ইহার সমাধান বিষয়ে ঐকমত্য দর্শন সম্ভাবিত নহে। কেহ বলেন, আমাদিগের দেশে এক্ষণে যে সমস্ত আচার ব্যবহারাদি প্রচলিত দৃষ্ট হয়, সম্পূর্ণ রূপে এককালে তাহার উচ্ছেদ করিতে না পারিলে উন্নতি লাভ সম্ভব নাই; কেহ কেহ বলেন, উল্লিখিত রীতিতে অবিমৃষ্যকারীর ন্যায় কার্য্য করিলে ইষ্ট লাভ সুসাধ্য হইবে না। তাঁহাদিগের অভিপ্রেত এই, এককালে আমাদিগের প্রাচীন আচার ব্যবহারাদির পরিবর্ত্ত না করিয়া উহার অনুমোদিত প্রথা অবলম্বন করিয়া ক্রমে দোষ সংশোধন করিতে হইবে। কেহ কেহ আমাদিগের প্রাচীন আচার ব্যবহারাদির মোহনী শক্তিতে এত কাল মুগ্ধ হইয়া উহার দোষ দেখিতে পান না, সুতরাং তাঁহারা উহার পরিবর্ত্ত উদ্দেশ্যে [illegible]।

পৃথিবীর মধ্যে ধর্ম, রাজনীতি, শাসন প্রণালী ও সামাজিক নিয়মের যত উৎকর্ষ ও পরিবর্ত্ত দৃষ্ট হয়, সে সমুদায়েরই প্রায় প্রথমাবস্থায় এক বা তদধিক অলোক সামান্য প্রতিভাসম্পন্ন ব্যক্তি দ্বারা সম্পাদিত হইয়াছে। কিন্তু সে সকল ব্যক্তি যথাবিধ উপায় অবলম্বন করিয়া কৃতকার্য্য হইতে পারেন নাই। তাঁহারা এক কালে তদানীন্তন প্রাধান্যসঙ্কুল কুৎসিত প্রথার উন্মূলন চেষ্টা করিয়াই কৃতকৃত্য হইয়াছেন। প্রথমতঃ তাঁহাদিগের কেহই অনেক সংখ্য অনুচর প্রাপ্ত হন নাই; অধ্যবসায় ও সাহস সহকারে কার্য্য করাতে তাঁহারা ক্রমশঃ সহচর ও অনুচর প্রাপ্ত হইয়া স্বদেশের শ্রেয়ঃসাধনে সমর্থ হন এবং পৃথিবীর অন্য অন্য লোকদিগের সৎকর্ম্মানুষ্ঠানের দৃষ্টান্ত স্থল হইয়া যান। লুথর, জন নক্স, কালবিন, উইকলিফ, মহম্মদ প্রভৃতি এই রূপে কার্য্য করিয়া মহান্ পরিবর্ত্ত সাধন করিয়াছেন। কিন্তু অস্মদ্দেশে যিনি যখন কোন বিষয়ের পরিবর্ত্ত চেষ্টা পাইয়াছেন, সাহসের অল্পতা প্রযুক্ত প্রায়ই তিনি যথাবিধ উপায়ের অবলম্বনে যত্নবান্ হয়েন নাই, সুতরাং তাদৃশ কৃতার্থতা লাভে সমর্থ হন নাই। আমরা রামমোহন রায়কেই উদাহরণ স্বরূপ গ্রহণ করিলাম। তাঁহার দ্বারা আমাদিগের দেশের যথেষ্ট উপকার হইয়াছে, এ কথা আমরা অস্বীকার করি না, কিন্তু তিনি আপনার চিত্ত শুদ্ধি ও সংস্কারানুরূপ একটী স্বতন্ত্র পথ করিয়া যাইতে পারেন নাই। তিনি প্রাচীন বেদ বেদান্তাদিকে মূল পত্তন করিয়া অভিনব মত সংস্থাপন করেন। কিন্তু অনুধাবন করিয়া দেখিলে তিনি বিষম ভ্রমে পতিত হইয়াছিলেন। তিনি মনে করিয়াছিলেন, প্রাচীন ও নব্য উভয় দলকেই কৌশল ক্রমে আপনার মতে লইয়া অভীষ্ট সাধন করিবেন। কিন্তু এক্ষণে যেরূপ দেখা যাইতেছে, তাহাতে স্পষ্ট বোধ হইতেছে তাঁহার সেই অভীষ্ট পথ [illegible] যাছে। প্রাচীন দল প্রচলিত [illegible] বলিয়া তাহাতে প্রবিষ্ট হইতেছেন [illegible] আর ইংরাজীতে সুশিক্ষিত ব্যক্তিরা [illegible] আস্থা না থাকাতে ক্রমশঃ [illegible] করিতেছেন। বরং একটি অনিষ্ট [illegible] ছে, নব্য সম্প্রদায়ের কতকগুলি লোক [illegible] কে আদর্শ করিয়া এ দেশের উন্নতির প্রতিবন্ধক হইয়াছেন। কাল ও সমাজের অবস্থা বুঝিয়া চল, এইটী তাঁহাদিগের কার্য্যের মূল যুক্তি হইয়াছে। কিন্তু আর কত কাল কালের প্রতীক্ষা করিয়া কার্য্যের কাল কবে হইবে?

উপরে যেরূপ কথিত হইল, তাহাতে অনেকে এরূপ অনুমান করিতে পারেন যে আমরা নব্য দলকে এই অনুরোধ [illegible] তেছি যে তাঁহারা আমাদিগের [illegible] সমস্ত যাবতীয় আচার ব্যবহারাদির উচ্ছেদ করিয়া নূতনবিধ আচার ব্যবহারাদি [illegible] র্ত্তিত করেন। এরূপ অনুরোধ করা আমাদিগের অভিপ্রেত নহে। [illegible] করা অবিবেচকের কার্য্য [illegible] বস্তুতঃ এরূপ সমুদায়ের [illegible] গেলে সমাজের বিষম [illegible] হইবে। স্বদেশের রীতি [illegible] বার চেষ্টা পাওয়া [illegible] কর্ত্তব্য সন্দেহ নাই, কিন্তু [illegible] হইবে সেই সকল রীতি [illegible] না? পুরাতন হইলেই যে [illegible] ত্যজ্য হইল এরূপ সিদ্ধান্ত [illegible] হইক, আমাদিগের বক্তব্য এই [illegible] দায়ের তাঁহারা কামক্রম্য করিয়া [illegible] চাহেন, অথবা স্বদেশের প্রতি [illegible] বস্তুতঃ সদোষ আচার ব্যবহারাদি [illegible] বর্জ্জিত রাখিবার চেষ্টা করেন, [illegible] এককালে পরিত্যাগ করুন, এবং [illegible] বিষয়ের সংশোধন বিবক্ষন [illegible] অনিষ্ট ঘটিতেছে, অকপট চিত্তে [illegible] [illegible] তাহার দোষ সংশোধন [illegible]

স্বদেশহিতৈষী হইয়া সেই সমুদায়কে আর জীর্ণাবস্থায় রাখিবার চেষ্টা করা বিধেয় হইতেছে না। নব্যদল কি সে চেষ্টা করিতেছেন? কয় জন ব্যক্তি প্রকাশ্য রূপে আমাদিগের ধর্ম্ম ও সমাজ [illegible] দোষের প্রতিবাদী হইয়াছেন? ইহাঁ [illegible] সৌচায় পদক্ষেপ করিয়াছেন। [illegible] নয়? গোপনে অনেকে কিছু [illegible] জের বিরুদ্ধ কাজ করিতে [illegible] প্রকাশ্য রূপে স্বদেশের [illegible] বাদ করিতে কাহার সাহস [illegible] মনে যে বিষয় যুক্তিবিরুদ্ধ [illegible] ল বলিয়া বুঝা যাইতেছে, কয় [illegible] র সমূলে উন্মূলন চেষ্টা করিতে [illegible]

[illegible] রা নব্যদলকে এইরূপে কার্য্য ক [illegible] অনুরোধ করিতেছি, তাহার এক [illegible] কারণ আছে। আমাদিগের দে [illegible] আচার ব্যবহারাদি সংশোধন করি [illegible] র ভার তাঁহাদিগের উপরে পতিত হই [illegible] তাঁহারা যদি কেবল প্রাচীন দলের [illegible] মতের অনুমোদন করিয়া যান কিরূপে [illegible] হইবে? তাঁহারা যদি প্রাচীনদিগের [illegible] অপেক্ষা না করিয়া অকপট ও নিঃশঙ্ক চিত্তে উল্লিখিত প্রকারে কার্য্য করেন [illegible] চীন সম্প্রদায় তাঁহাদিগের প্রতিবন্ধ [illegible] আচরণ করিবেন সন্দেহ নাই। তাঁহারা [illegible] র্ব্ব ব্যবহারাদিকে ঊর্দ্ধ দিকে লইয়া [illegible] বার চেষ্টা করুন, প্রাচীনেরা কিংশয় [illegible] কে উহার পূর্ব্ব সীমায় রাখিবার [illegible] না করাইবেন। এইরূপে উভয়তঃ আক্র [illegible] হইলে যে যে আচার ব্যবহারাদি [illegible] আছে, তাহা সংশোধিত হইবে [illegible] দোষ গুলি আবৃত ও পরিগৃহীত [illegible]। এ দেশে আচার ব্যবহার ও ধর্ম্ম [illegible] কাল অবধি বদ্ধমূল হইয়াছে। [illegible] দোষ উন্মূলন করিতে [illegible] উন্মূলনের এই একমাত্র উ [illegible] পরিয়াছি সেই উ

ন্মূলন কারী কোথায়? কাজ অল্পে অল্পে হউক, তাহাতে ক্ষতি নাই। ক্রমশঃ সহকারীর দল বৃদ্ধি চাই, তাহা হইলেই কার্য্য অগ্রসর হইবে। কিন্তু আমরা দেখিতেছি, সকলেই ক্ষেত্রে উদাসীন আছেন; কাজে কেহই হস্তক্ষেপ করিতেছেন না।

যাঁহারা অজ্ঞ ও অসভ্য সময়ের প্রচলিত মতের পরিবর্ত্তনে সাক্ষী হইয়াছিলেন, আমাদিগের নব্য সম্প্রদায় তাঁহাদিগের ন্যায় কুসময়ে পতিত নহেন। ইহারা এ বিষয়ে পরম সৌভাগ্যশালী। স্বদেশের সদোষ ব্যবহারাদি পরিবর্ত্তনে প্রবৃত্ত হইয়া ইহাদিগকে কারাগারেও যাইতে হইবে না, দারুণ প্রহারও সহ্য করিতে হইবে না। প্রাচীন দলের সহিষ্ণুতা শক্তি একণে বিলক্ষণ বৃদ্ধি হইয়াছে, নব্য সম্প্রদায় সমাজ ও গৃহ পরিত্যাগ না করিয়া যা করুন তাহাকে তাঁহারা আর বড় কিছু বলেন না, স্বমতপরিত্যাগী সন্তানকে বিষপান করাইয়া হত্যা করেন, এমন পিতা ত আমাদিগের শ্রবণ ও নয়নগোচর হয় নাই। বিশেষতঃ ইংরাজী শিক্ষা ও ইংরাজ সংসর্গ নব্য দলের অনেক সহায়তা করিতেছে ইহাঁদিগের উদ্ভাবনী শক্তি বিনিয়োগ করিবার আর প্রয়োজন নাই কেবল কিঞ্চিৎ উৎসাহ ও অধ্যবসায়ের সংযোগ হইলেই ইহারা অনায়াসে অভীষ্ট সাধন করিতে পারেন।

উপসংহার কালে সংক্ষেপে আমাদিগের বক্তব্য এই, ফ্রান্সের প্রসিদ্ধ বিপ্লবের ন্যায় আমরা এককালে যাবতীয় বিষয়ের বিপ্লব আকাঙ্ক্ষী নহি। তাদৃশ বিপ্লব কখন দেশের কল্যাণকারী হয় না।

বোমণ্ট সাহেবের প্রস্তাব।

হুগলীর চুঁচুড়া বাজারের 'যুবা বাঙ্গালিদিগের সভায়,' তত্রত্য মিসনরি জন, বোমণ্ট সাহেব যে উপদেশ প্রদান করেন অন্যত্র গত বারে তাহার উল্লেখ [illegible] ছিলাম। বোমণ্ট সাহেবের প্রস্তাবটি অতি মনোহর হইয়াছে। দেশের নৈসর্গিক অবস্থা ও সমাজ প্রভৃতির মনুষ্যের চরিত্র ও ধর্ম্মাদির উপরে সম্পূর্ণ প্রভুত্ব আছে, তিনি ইহা এই প্রস্তাবে উত্তমরূপে প্রতিপন্ন করিয়াছেন। পর্ব্বতীয় লোকেরা প্রায় সত্যধর্ম্মাবলম্বী হয় না। স্কটলণ্ডের হাইলাণ্ড ও এ দেশের মহারাষ্ট্র প্রভৃতি ইহার দৃষ্টান্ত স্থল। পক্ষান্তরে, গ্রীষ্ম ও সমতল ক্ষেত্র বাসীরা নিস্তেজ ও বিলাসপরায়ণ হয়। বঙ্গ দেশ, ফ্রান্স ও ইটালির কাম্পেনিয়া বিশেষ রূপে ইহা প্রমাণ করিয়া দিতেছে। কিন্তু শিক্ষা ও অভ্যাস দ্বারা ইহার বহুতর পরিবর্ত্ত হইয়া থাকে। লার্ড বেকন অভ্যাসকে দ্বিতীয় স্বভাব বলিয়া নির্দ্দেশ করিয়াছেন। পৃথিবীর যে সময়ের যে অবস্থা, ও যে সময়ে যে প্রকার উন্নতি হয়, সেই সকল দর্শন ও বিবেচনা করিয়া লোকে ক্রমশঃ যদি সভ্যতা সোপানে আরোহণ করিবার চেষ্টা পায়, পূর্ব্ব অবস্থাদির বহু পরিবর্ত্ত হয় সন্দেহ নাই।

বোমণ্ট সাহেব এদেশের বিদ্যাশিক্ষা ও ধর্ম্ম পরিবর্ত্তের বিষয়ে যে মত প্রকাশ করিয়াছেন, তাহাও প্রশংসনীয়। ধর্ম্ম পরিবর্ত্তের বিষয়ে তিনি বলেন, "ভারতবর্ষ ওটাহিটী প্রভৃতি দ্বীপের ন্যায় নহে। এতদ্দেশীয়দিগের প্রাচীন গ্রন্থ, স্বতন্ত্র ধর্ম্ম ও স্বতন্ত্র আচার ব্যবহার প্রভৃতি আছে, সে সমুদায় এক দিনে পরিবর্ত্ত হইবার নয়। ক্রমশঃ তাহার পরিবর্ত্তন চেষ্টা করা নিতান্ত আবশ্যক। প্রশান্ত সাগরের অনেক দ্বীপের লোকে এককালে খৃষ্ট ধর্ম্মাবলম্বন করিয়াছে, যথার্থ; কিন্তু তাহাদিগের পূর্ব্বে কিছুই ছিল না। তাহারা যেমন সহজে খৃষ্ট ধর্ম্ম অবলম্বন করিয়াছে, তৎপরিত্যাগও তেমনি তাহাদিগের সহজ। আভাগাস্কার, জাপান প্রভৃতি কি ইহার উৎকৃষ্ট দৃষ্টান্তস্থল নহে? [illegible] প্রচারিত হইল, কিন্তু এককালে [illegible]

[illegible] কিন্তু তাঁহারা [illegible] ন এ পরিবর্ত্ত [illegible] করিতে চাহেন, তাঁহারা যেন বোম্বাই সাহেবের এই বাক্য বিশেষ রূপে অবহিত হন।

বিবিধ সংবাদ।

৩ই শ্রাবণ সোমবার।

বোম্বাইনগরে মালবদেশীয় অহিফেনের বাক্স ১৪৮০ টাকায় বিক্রীত হইতেছে। গত সপ্তাহ অপেক্ষা ২০ টাকা মূল্য বৃদ্ধি হইয়াছে।

পশুর প্রতি অত্যাচার নিবারণী সভা সুন্দর রূপে স্বকর্ত্তব্য কার্য্য সম্পন্ন করিতেছেন। তাঁহাদিগের দুই জন প্রতিনিধি সর্ব্বদা অনুসন্ধান করিতেছেন কে কোথায় পশুর প্রতি অত্যাচার করে। তাঁহারা ইহার মধ্যে ৬০০ গাড়য়ানকে সাবধান করিয়াছেন।

কাবুল হইতে সংবাদ আসিয়াছে, দোস্ত মহম্মদ খাঁ এবং তাহার সম্প্রদায় [illegible] হইয়াছে [illegible] সুলতান জান পুনর্ব্বার সন্ধির প্রস্তাব করেন। কিন্তু পুনর্ব্বার তাঁহার প্রস্তাব অগ্রাহ্য হইয়াছে। সুলতান জান পারস্যাধিপতির নিকটে এক দূত প্রেরণ করিয়াছেন।

যিনি সুবিচার করেন তিনি নীলকর [illegible] দলের অপ্রিয় হন, তাহার প্রধান কারণ এই, এক মহামতি লাহোর ক্রনিকেল পত্রে লিখিয়াছেন, কোন ইউরোপীয় এতদ্দেশীয় কোন ভৃত্যকেও প্রহার করিলে পিটর সাহেব (কলিকাতার প্রধান মাজিষ্ট্রেট) তাহার দণ্ড করেন। এদেশে কতকগুলি এরূপ ইউরোপীয় আছেন, তাঁহারা স্বেচ্ছা পূর্ব্বক এদেশীয়দিগকে প্রহার ও বধ করেন, কেহ কিছু না বলে, এই তাঁহাদিগের ইচ্ছা। পিটর সাহেব [illegible] ইহার প্রতিবন্ধক বলিয়াই তাঁহাদিগের বক্র রাগ।

মফস্বলাইট প্রস্তাব করিয়াছেন উত্তর পশ্চিমাঞ্চলের দুর্ভিক্ষ নিবারণী সভার হস্তে যে টাকা আছে, তাহা [illegible] দিগের সদ্ব্যবহার জন্য [illegible] উক্ত প্রস্তাব [illegible]

[illegible] বলেন উক্ত পশ্চিমাঞ্চলে যে [illegible] কোম্পানি [illegible] দ্বারা একবাক্য হইবেন। যাঁহারা [illegible] থাকিতে গমনাগমন করিবেন, তাঁহাদিগের নিকট হইতে অধিক ভাড়া লওয়া ও তাঁহাদিগকে অধিক কষ্ট দেওয়াই কি তাঁহাদিগের একবাক্য হইবার উদ্দেশ্য?

জেরাগাজি খাঁর নিকটবর্ত্তী নদী উচ্ছলিত হইয়া ঐ স্থান ভাঙ্গিয়া যাইবার উপক্রম হইয়াছে।

কর্ম্মনাশা নদীর অত্যন্ত জল বৃদ্ধি হওয়াতে তাহার উপরিস্থ সেতুর একটী পিলা ভগ্ন হইয়াছে।

পঞ্জাবের লোকেরা নূতন নোট লইতে সম্মত নহে তথায় শতকরা ৫॥ টাকা বাট্টা দিয়া নোট ভাঙ্গাইতে হইতেছে।

সিবিলগেজেট বলেন কোড নামক একজন ইউরোপীয় পূর্ব্বে খয়রাবাদে একজন শিক্ষক ছিলেন। কোন অপরাধে পদচ্যুত হওয়াতে তিনি কাবুলে গমন করেন এবং ছদ্মবেশে তথায় অনেক স্থানে ভ্রমণ করেন। জেলেলাবাদে তাঁহার ছদ্মবেশ ও খৃষ্টীয় ধর্ম্ম প্রকাশিত হওয়াতে কয়েক জন তাঁহাকে প্রহার করে। এই কলহ কালে তিনি এক জনকে বধ করেন। তত্রত্য শাসন কর্ত্তা তাঁহাকে রুদ্ধ করিয়া পেসোয়ারে বিচারের জন্য প্রেরণ করিয়াছেন।

পেসোয়ারে একদা ওলাউঠার কিঞ্চিৎ শান্তি হইয়াছে।

লেপ্টেনেন্ট গবর্ণর জিপ [illegible] সাহেব কাগজ কলম প্রভৃতি ষ্টোরের কতকগুলি নিয়ম প্রকাশ করিয়াছেন।

হাউস অব লর্ড লর্ড কানিঙের মৃত্যুতে শোক প্রকাশ করিয়াছেন।

চর্চ্চ মিসনরির সেক্রেটারি ই, ষ্টুয়ার্ট সাহেব হিন্দু পেট্রিয়ট পত্রে লিখিয়াছেন ডাইসন সাহেব তাহার বিদ্যালয়ের একজন ছাত্রকে লাথি মারেন নাই তাহাকে মনোযোগী করিবার জন্য তিনি পদ [illegible] করিয়াছিলেন। [illegible]

[illegible] উক্ত সম্পাদক [illegible] কাকে উমরকোটের [illegible] বার স্ বরোধ করিয়াছে [illegible] অন্ত কেন হইবে?

৭ ই শ্রাবণ [illegible]

বিলাতের [illegible] কোম্পানির [illegible] গৃহীত [illegible] মূর্ত্তি সকল প্রদর্শিত [illegible] ইহাতে ভারতবর্ষের ভিন্ন ভিন্ন [illegible] মূর্ত্তি আছে। দেখিবার [illegible] ল ডি আলিভেন্স সভা ও [illegible] সভার প্রাবল্যই প্রধান।

মান্দ্রাজের ও ভারতবর্ষের [illegible] মি (জেনে [illegible] কোম্পানি [illegible] দিগের বাৎসরিক [illegible] এ [illegible] হেন। তাঁহারা যে [illegible] ওখানে চতুষ্পার্শ্বস্থিত [illegible] বোধ বিশেষ [illegible] হইয়াছে [illegible] বঙ্গাই [illegible] কার্যের প্রধান [illegible] এর অধিক সংখ্যা [illegible]

কিনিক বলেন [illegible] আমীরদিগের বাৎসরিক বৃত্তির [illegible] চাহিয়াছেন। তাঁহাদিগকে [illegible] ষ্টেট সেক্রেটারি তাহা বৃদ্ধি [illegible] করিয়াছেন। উক্ত পত্র [illegible] রোপীয়দিগকে ইহার [illegible] অনুরোধ করিয়াছেন [illegible] র আদেশপত্র [illegible] এতদ্দেশীয়েরা যেন [illegible] না হন।

[illegible] এক জন [illegible] করিয়াছেন [illegible] সাহেব একবার [illegible] দোষী আসামীকে বিচার করিতে [illegible] কেবল [illegible] পুলিস [illegible] আদালত [illegible] উপর [illegible] কার্য্য করেন। গবর্ণমেন্টেই দোষ [illegible] এক [illegible] উপায় দুই কার্য্যের ভার অর্পণ করিয়াছেন।

[illegible] সাহেব ও [illegible] সাহে [illegible] প্রভৃতি [illegible] করা হইয়াছে। [illegible] বিশেষ অনুসন্ধানে প্রবৃত্ত হই [illegible] আছে [illegible] সভা থাকে

...দেবকে আপনাদিগের সহকারী সভাপতির পদ হইতে বিদায় দিয়াছেন। [illegible] টিকের ক্রমশঃ অভিমত হইতে চলিল।

টাইম্‌স অব ইণ্ডিয়া বলেন বোম্বাইনগরে একটি ইউরোপীয় স্ত্রীলোক সর্ব্বদা সুরাপান করিয়া তাহার স্বামীর সহিত বিবাদ করিত। একদা সে অজ্ঞান উন্মত্ত হইয়া এক পিস্তল দ্বারা আত্মহত্যা করিয়াছে। নিম্নশ্রেণির ইউরোপীয় স্ত্রীলোকদিগের প্রায় এই দোষ দেখা যায়।

গুজরাট প্রেস আগরার নিকটবর্ত্তি স্থান সমূহে নেকড়িয়া ব্যাঘ্রের অতিশয় উৎপাত হইয়াছে। রাত্রিকালে ব্যাঘ্রে অনেক শিশু সন্তান বাড়ুজোড় হইতে লইয়া গিয়াছে [illegible] গেজেট বলেন একটি স্ত্রীলোক আপন [illegible]নকে রক্ষা করিবার জন্য তাহাকে খাটের [illegible]হিত বন্ধন করিয়া রাখেন। রাত্রিতে ক্রন্দন [illegible] শ্রবণ করিয়া তিনি জাগরিত হইয়া দেখিলেন এক নেকড়িয়া তাঁহার সন্তানকে লইয়াছে। গোলযোগ করাতে ব্যাঘ্র পলায়ন করিল, কিন্তু শিশুটির প্রাণরক্ষা ভার হইয়াছে।

আলাহাবাদ গেজেট বলেন, উক্ত স্থলে একটি সর্ব্বোৎকৃষ্ট কষ্টগ্রাফ যন্ত্র লইয়া যাওয়া হইবে। এক ব্যক্তি তাহা ইংলণ্ড হইতে আনাইতেছেন। পারিসের ন্যায় ভারতবর্ষেও ফটোগ্রাফ হইতেছে।

উক্ত পত্র আরও বলেন আলাহাবাদ জেলার এক জমীদারের বাটীতে অনেক বন্দুক ও তলবার পাওয়া গিয়াছে। তত্রত্য থানাদার ১০০০ টাকা উৎকোচ লইয়া জমীদারকে অস্ত্র রাখিতে দেন। অস্ত্র সকল ভূমির মধ্যে লুক্কায়িত ছিল। এক গয়েন্দা তাহা বাহির করিয়াছে। থানাদার ও জমীদার উভয়েরই দণ্ড হইয়াছে। নিরস্ত্র করিয়া বিদ্রোহ নিবারণের চেষ্টা বৃথা। অস্ত্রীয় গবর্ণমেণ্ট লম্বার্ডিতে ঐ প্রকার করিয়াছিলেন, তথাপি ১৮৫৯ অব্দে গারিবালডি তত্রত্য কৃষকদিগের সহায়তায় অষ্ট্রীয়দিগকে দূরীভূত করেন।

রেঙ্গুণ টাইম্‌স বলেন তথায় ভয়ানক ঝড় হওয়াতে একখানি জাহাজ নাবিক সহিত জলমগ্ন হইয়াছে।

উক্ত পত্র আরও বলেন ব্রহ্মদেশে দস্যু বৃত্তির হ্রাস হইয়াছে। রাজা তাহার নিবারণার্থ বিশেষ যত্নবান হইয়াছেন।

উক্ত পত্রে লিখিয়াছেন রেঙ্গুণে মৎস্যের কর হওয়াতে সকলে বিরক্ত হইয়াছে। আমাদিগের গবর্ণমেণ্টও সলায় কর করিয়া ধীবরদিগের অপ্রিয় হইয়াছেন।

উক্ত পত্র আরও বলিয়াছেন তত্রত্য কমিসনেরের মাজিষ্ট্রেটের প্রধান সরকারী সেরাজী তহবিল তছরূপ করাতে তাঁহাকে প্রধানতম বিচারালয়ে সমর্পণ করা হইয়াছে তবু কি? সেহ্যরের জেলদারোগা মুক্ত হইয়াছেন। ইউরোপীয়েরা এনকল দোষে প্রায় দণ্ড পায় না তবে বৃথা কেন এত দূর দোষী দিগকে আনিয়া সাধারণ ধনাগার হইতে ব্যয় কর। হয়

আমরা সমাচার হিন্দুস্থানী পত্রে একটি প্রস্তাব দর্শন করিয়া বিশেষ দুঃখিত হইলাম। ইংলিসম্যান অযোধ্যার সভাকে গালি দিয়াছিলেন বলিয়া সমাচার হিন্দুস্থানী তাঁহাকে পশু প্রভৃতি শব্দ দ্বারা কটূক্তি করিয়াছেন। আমাদিগের লণ্ডনস্থিত সংবাদদাতা বলেন এই সকল দর্শন করিয়া ইংলণ্ডীয় লোকে বিরক্ত হন, বস্তুতঃ কটূভাষীর সহিত কটূ ভাষী হওয়া কোন মতেই উচিত নহে।

৮ই শ্রাবণ বুধবার।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি ভারতবর্ষীয় সভা "তামাকের উপর মাসুল হওয়া বিধেয় কি না?" এইনামের এক খণ্ড পুস্তক আমাদিগের নিকটে প্রেরণ করিয়াছেন। আমাদিগের ভূতপূর্ব্ব লেপ্টনেণ্ট গবর্ণর ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের অনুরোধ পরতন্ত্র হইয়া তামাকের উপরে কর গ্রহণ করিবার সঙ্কল্প করিয়া ভারতবর্ষীয় সভাকে এই অনুরোধ করেন যে কর আদায়ের একটী সদুপায় নির্দ্ধারিত করিয়া দেন। ভারতবর্ষীয় সভা তাহার প্রত্যুত্তরে লেখেন এই কর সংগ্রহের যে কোন উপায় অবলম্বন করা হউক তাহা কোন ক্রমেই অত্যাচার নির্ম্মুক্ত হইবে না। বিশেষতঃ এককালে চিরস্থায়ী বন্দোবস্তের প্রতি হস্তার্পণ করা হইবে অপর সকলেশে ব্যয় অপেক্ষা প্রায় দ্বিগুণ আয় হয়, এরূপ স্থলে এদেশে তামাকের ন্যায় বিলাসের বস্তুর উপর কর লওয়া অবিধেয়। ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট সভার প্রদর্শিত সমুদায় যুক্তি শ্রবণ করিয়া ঐ কর গ্রহণ অভিপ্রায় পরিত্যাগ করিয়াছেন। বঙ্গদেশ ভারতবর্ষীয় সভার নিকটে এবিষয়ে ঋণগ্রস্ত সন্দেহ নাই।

অদ্য পূর্ব্ব বাঙ্গালার রেইলওয়েতে রাণাঘাট পর্য্যন্ত বাষ্পীয় শকট চলিয়াছে। আগামি বুধবার কুষ্টিয়া পর্য্যন্ত যাইবে। ১লা অক্টোবর অবধি সাধারণে ঐ গাড়িতে আরোহণ করিতে পারিবেন সন্দেহ নাই।

টাইম্‌স অব ইণ্ডিয়া পুনা অবজর্ভর ইন্দুপ্রকাশ হইতে নিম্ন লিখিত বৃত্তান্তটি উদ্ধৃত করিয়াছেন। ইন্দুপ্রকাশ বলেন পূর্ব্বতন মহারাষ্ট্রীয় রাজাদিগের দপ্তরে রাজকার্য্য, যুদ্ধ দৌত্য প্রভৃতি কার্য্যসংক্রান্ত অনেক কাগজ পত্র আছে। বোম্বাই গবর্ণমেণ্ট তাহা বিনষ্ট করিতে আদেশ দিয়াছেন। আমরা ইন্দুপ্রকাশের সহিত এই অসভ্য আজ্ঞার প্রতিবাদ করিতেছি।

দিল্লীগেজেটের কাবুলস্থিত সংবাদদাতা বলেন সুলতান জান ও সরদার সামশুদ্দিন খাঁ হরা নগর রক্ষা করিবার জন্য তথায় উপস্থিত হইয়াছেন। দোস্ত মহম্মদ হেরাট পর্য্যন্ত জয় করিবেন পণ করিয়াছেন।

উক্ত পত্র প্রেরক আরও বলেন কতকগুলি তুর্কমান হিরাটের নিকটবর্ত্তি একখানি গ্রাম দগ্ধ করিয়া অনেক স্ত্রীলোক ও পুরুষকে ধৃত করিয়া লইয়া গিয়াছে। পারস্যদেশীয় সেনাপতি মুরাদ মির্জা এই বন্য জাতিকে খোরাসান হইতে নির্ম্মূল করিয়া দেন, তথাপি তাহাদিগের দৌরাত্ম্য যায় না।

রেঙ্গুণ ক্রনিকেল বলেন ব্রহ্মদেশে গুবাক ও পানের আবাদ করিলে বিস্তর লাভ হয়।

ফিনিক্স বলেন সম্রাট নেপোলিয়ন লণ্ডনস্থ শিল্প প্রদর্শন গৃহ দর্শনার্থ গমন করিবেন।

অযোধ্যা গেজেটের এক জন পত্র প্রেরক লিখিয়াছেন পার্ব্বতের মাজিষ্ট্রেটের একটী অদ্ভুত সাহিত্যের দৃষ্টান্ত প্রদর্শন করিয়াছেন। দুই ব্যক্তি এক খানি কাতা লইয়াছিলেন। তাহাদিগের দুই পার্শ্বাপাশি থাকাতে একজন দুই দিক প্রবর্ত্তক বুঝিয়া অপরের পরিচয়[illegible]

[illegible]

[illegible]

র করাতে [illegible] ই প্রলিশের [illegible]

নি হস্তার্পণ করিতে পারেন না। [illegible] ব্যক্তি অপরাজ্য কার্য্য দ্বারা আমদানি রপ্ত করিয়াছিলেন। অপর ব্যক্তি তাঁহার পরিশ্রম ধনকে আর কোণে স্পর্শ করিতে না পারিয়া মাজিষ্ট্রেটের নিকটে নালীশ করাতে মাজিষ্ট্রেট তৎক্ষণাৎ পূর্ব্বার্থিকে বিচারালয়ে আজ্ঞা করিয়া জরিমানা করিবার ভয় প্রদর্শন করিলেন!!! শিমলা পর্য্যন্ত আরতবর্ষের পারিন হইয়াছে।

হরকরা বলেন ২৪ পরগণার জজ লাটোর সাহেব লক সাহেবের প্রতিনিধি স্বরূপ প্রধানতম বিচারালয়ের এক জন বিচারপতি হইয়াছেন। লক সাহেব পীড়াবশতঃ ইংলণ্ডে গমন করিতেছেন। ২৪ পরগণার কালেক্টর রাইট সাহেব লাটোর সাহেবের পদে নিয়োজিত হইয়াছেন। রাইট সাহেব আপনার দক্ষিণ হস্ত স্বরূপ কালেক্টরির প্রধান কেরাণীকে আপনার সহিত লইয়া যাইতে পারিবেন ত?

উক্ত পত্রের আমেরিকার সংবাদ দাতা সেনাপতি বটলরের বিখ্যাত ঘোষণার কারণ প্রকাশ করিয়া দিয়াছেন। নিউঅর্লিন্সের অনেক "সম্ভ্রান্ত" স্ত্রীলোক গবর্ণমেণ্টের সেনা ও সেনাপতিদিগের গায়ে থুথু প্রক্ষেপ দিয়াছেন। সেনাপতি বটলর এতন্নিবারণার্থ উক্ত ঘোষণাদ্বারা সকলকে এই কথা জানান যদি কোন স্ত্রীলোক এরূপ ব্যবহার করেন, তাঁহাকে বেশ্যার ন্যায় শাস্তি দেওয়া হইবে। সেনাপতি বটলর বিদ্রোহিসেনাপতি বরগার্ডের স্ত্রীকে হস্তে পাইয়াও তাঁহার প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করিয়াছেন। ইহাতে সেনাপতি বটলরের কোন দোষ দেখা যাইতেছে না।

চাকামিউস তত্রত্য বিচারালয় সমূহের সাক্ষীর অবস্থানের ব্যয়ের এক হিসাব দিয়াছেন।

জজের আদালতের	২ টাকা
জজ আদালতের [illegible]	১ টাকা
[illegible]	ঐ
[illegible]	ঐ ॥০

[illegible] ডেপুটি [illegible] ১ টাকা

[illegible] ঐ ও ডেপুটি [illegible] ॥০ |১০

অদ্যাপিও দুর্ভিক্ষ অবসান [illegible] না। [illegible] কবে এরূপ ব্যয় না [illegible]?

৯ই শ্রাবণ বৃহস্পতিবার।

পাঠকবর্গের স্মরণ থাকিতে পারে, [illegible] নিকটে তিন জন পুলিস সিপাহী দুই জন প্রজাকে বেগার ধরিবাতে তাহাদিগের সহিত গ্রামবাসীদিগের দাঙ্গা হয়। তাহাতে এক ব্যক্তি হত ও অপর এক জন গুরুতর রূপে আহত হয়। তত্রত্য ডেপুটি মাজিষ্ট্রেট সিপাহীদিগকে দণ্ডনীয় স্থির করেন। কিন্তু জজ আহত প্রজার দুই বৎসর মিয়াদ দেন। আপীল করিয়া প্রজারা নিষ্কৃত হইতে মুক্ত হইয়াছে। এই প্রকার বিচারে যে আজিও শান্তি রক্ষা হইতেছে, এ কেবল পরমেশ্বরের কৃপা বলিতে হইবে।

ইংলিসম্যানের পেসোয়ারের সংবাদদাতা বলেন সম্প্রতি ১ম গণিত পঞ্জাবী সেনাদলের সহিত আফ্রিদি জাতীয় কয়েক ব্যক্তির দাঙ্গা হওয়াতে উভয় দলেরই কয়েক জন হত হইয়াছে। পঞ্জাবের লেপ্টেনেন্ট গবর্ণর আফ্রিদিদিগকে দোষী স্থির করিয়া তাহাদিগের জরিমানা করিয়াছেন।

বোম্বাইয়ের সুবিখ্যাত পারসী মৃত জেমসেটজী জীজীভাই [illegible] স্মরণার্থ পারসীরা এক দিবস আপনাদিগের ব্যবসায় বন্ধ রাখিয়াছিলেন। শীঘ্র তাঁহার স্মরণার্থ চাঁদা হইবে।

চীনদেশে ইউরোপীয় বাণিজ্যের সবিশেষ শ্রীবৃদ্ধি হইতেছে। মাঞ্চেষ্টরের অনেক দ্রব্য ইয়াংসিকিয়াঙ নদী তটস্থ স্থানসমূহে বিক্রীত হইতেছে। চীনের অনেক লোক বাণিজ্যে প্রবৃত্ত হইতেছেন।

চীনদেশীয় গবর্ণমেণ্ট আপনাদিগের অধীনস্থ যাবতীয় কর্ম্মচারিকে অহিফেন সেবন পরিত্যাগ করিতে আজ্ঞা দিয়াছেন। যে ব্যক্তি ইহা করিবেন তাঁহাকে [illegible] অথবা নিরপরাধ হইতে হইবে।

পঞ্জাবে ক্রমে রেশমের চাষ হইতে [illegible]। সহকারী কমিসনর [illegible] এতৎ সম্বন্ধে গবর্ণমেণ্টের নিকট [illegible]

পাইয়াছেন [illegible]

ব্যক্তি [illegible]

টাকা [illegible]

কাশীরের [illegible]

না বা তিন [illegible]

হয় অতিরেক [illegible]

অনুসরণ করিয়া [illegible]

ষ্ঠায় আছেন।

অনেকের মুখে [illegible] কষ্টের কথা শুনিতে পাওয়া [illegible] কালেক্টরিতে মোটের [illegible] বাদিগের রাজস্ব সংক্রান্ত [illegible] র এ বিষয়ে বিশেষ মনোযোগ [illegible] শ্যক।

বাঙ্গালোরের মুন্সিফকোর্টে [illegible] শায় সমন্যাশরাবে [illegible] ছে। সে এক জন [illegible] করিয়াছিল। বিচারপতি [illegible] লেন, দণ্ডবিধানের আইন [illegible] হইয়াছে বলিয়াই তিনি তাহার [illegible] লেন, কিন্তু ভবিষ্যতে গুরুতর শাস্তি [illegible] হইবে। কলিকাতায় এই রূপ [illegible] পতি আবশ্যক।

নাগপুর ও জব্বলপুরে [illegible] আদালত স্থাপিত হইয়াছে।

গবর্ণমেণ্ট আজ্ঞা দিয়াছেন [illegible] গিরজার সংস্কারার্থ [illegible] গিরজার যে ৫০ টাকা [illegible] তাহা এখন অবধি আর [illegible] ঐ টাকা অন্য কার্য্যে দিতে [illegible] পারিবে ইহাতে [illegible] নাই।

বোম্বাই [illegible] বিদ্বেষ নীচ ইউরোপীয় [illegible] প্রকার দুষ্ক্রিয়ার বৃদ্ধি হইয়াছে [illegible] হত্যা প্রভৃতি তাহাদিগের নিত্য [illegible] উঠিয়াছে। অতএব সবিশেষ [illegible] সেনাপতি তাহাদিগের একটি তালিকা [illegible] করিতেছেন। সর্ব্বসাধারণের ও গবর্ণ [illegible] তাহা ভাবিতেছেন এদেশে ইউরোপীয় [illegible] হইলে যে নীচ বংশীয় ইউরোপীয় সংখ্যা বৃদ্ধি হইয়া এদেশের মহা [illegible] বে, তাহা এতদ্বারাই স্পষ্ট প্রতীয়মান হইতেছে।

[illegible] এক জন ইউরো[illegible] [illegible] একটী [illegible] [illegible]

[illegible] এই [illegible]

[illegible]দিগের পার্ক [illegible] শালিকার জন্য [illegible] হইয়াছেন। বস্তুতঃ গবর্ণমে[illegible] পাওয়া উচিত হয় নাই।

[illegible] অধ্যক্ষ যাকে [illegible] ফৌজদারিতে নালীশ হ[illegible] অধ্যক্ষেরা আদেশ করিয়াছেন [illegible] নির্দোষিতা জানাইবার জন্য [illegible] তাহাকে ইংকিয়ত দেন নাই। [illegible] অধ্যক্ষের চরিত্রের অনু[illegible] করিলে যাকে ও কাটারকে সর্বপুরু[illegible] বোধ হইবে।

[illegible] সাহেব ভূতপূর্ব্ব কোর্ট অব [illegible] কর বৃদ্ধির প্রতি বাদ [illegible] প্রস্তাবকরেন। তিনি বলেন, এক [illegible]০০০ কর বৃদ্ধির পরওয়ানা দেওয়া [illegible] নাই অবিচার। তাঁহার প্রস্তাব [illegible]। কিন্তু আশ্চর্য্য এই, আমাদি[illegible] লণ্ডনে থাকিয়াও এই সকল [illegible]দেশীয় লোকের গোচর করিতে [illegible]

[illegible] টাইজরে তত্রত্য কাপ্তেন [illegible] সাহেবের বিরুদ্ধে একটি প্রস্তাব [illegible] সম্পাদকের ৫০০ টাকা জরি[illegible] [illegible] ছয় মাস মিয়াদ হইয়াছে। [illegible] জারিমানা দিয়াই মুক্ত হই[illegible] [illegible] বেচারাকে মিয়াদ লইতে হইল? [illegible] যথার্থই নিয়ম বহির্ভূত

[illegible] সম্প্রতি [illegible] হইয়াছে, [illegible] সেনাদ[illegible] ঐ দেশে ভূমি ক্রয় করিতে পা[illegible]।

বিদ্রোহ কালে সেনাপতি হাবেলকে[illegible] ধীনে যে সকল সৈন্য ছিল, তাহারা সকলে[illegible] পুরস্কার ও অধিক বৃত্তি পাইবার আজ্ঞা পা[illegible]ইয়াছে।

কিনিজ নিম্ন লিখিত ইউরোপীয় সমাচার প্রাপ্ত হইয়াছেন।—

"নিউ ইয়র্ক ২০এ জুন। রিচমণ্ডে কোন বিষয়ের পরিবর্ত্ত হয় নাই। বিদ্রোহীরা ক্ষুদ্র ক্ষুদ্র দল লইয়া দস্যুবৎ যুদ্ধ করিয়া গবর্ণমেণ্ট সেনাকে বিরক্ত করিতেছে। ম্যাকডাউএল, সেনাপতি মাকিলনের সহিত একত্রিত হইয়াছেন। চারলস টৌনে তুমুল সংগ্রাম হইয়া গিয়াছে। বারোগার্ড রিচমণ্ডে যাইবার কালে মকেপদা রয়[illegible] সহিত একত্রিত হইয়াছেন। জাকসন অনেক সহকারী সেনা পাইয়াছেন, তিনি সেনাপতি বুমকৈকে গুরুতর রূপে আক্রমণ করিবার চেষ্টায় আছেন।

লণ্ডন ৩রা জুলাই। রুশীয়ার গবর্ণমেণ্ট রাজা বিক্টর ইমানিউএলকে ইটালির ভূপতি বলিয়া স্বীকার করিয়াছেন। রাজকুমারী আলিসের বিবাহ হইয়াছে। সেনাপতি ক্লস প্রাণত্যাগ করিয়াছেন। তুলার বাজার বড় গরম।

কিনিজ তুলেন মহীশূরের রাজপুত্রগণের রক্ষার্থ যে কএক জন সিপাহী ছিল তাহাদিগকে ব্যয় সংক্ষেপের হিসাবে ছাড়াইয়া দেওয়া হইবে। গবর্ণমেণ্ট রাজকুমারদিগকে নিজ ব্যয়ে সিপাহী রাখিতে অনুমতি দিয়াছেন। গবর্ণমেণ্ট যে সিপাহীর বেতন দিতেন, সেটী কি পেনসনের সামিল নয়?

উক্ত পত্র আরও বলেন মণিপুরের রাজার ভ্রাতা তাঁহাকে পদচ্যুত করিবার অভিপ্রায়ে সেনাসংগ্রহ করেন, কিন্তু ইংরাজ গবর্ণমেণ্টের কয়েক জন সিপাহী তাঁহার সেই দুর্ম্মনোরথ সফল হইতে দেয় নাই। মণিপুরের আর এক জন সরদার কাছাড় হইতে সেনা-সংগ্রহ করিয়া রাজার বিরুদ্ধে যাত্রা করিবার সংকল্প করিয়াছেন। সেনাপতি সাউয়ার্স ক[illegible]বিন্যৎ বিদ্রোহ নিবারণের জন্য চতুর্দ্দিকে ক্ষুদ্র ক্ষুদ্র ছাউনী করিতেছেন।

কোন ব্যক্তি [illegible] সাধিককে [illegible] পারেন কি জন্য ইউরোপীয় সেনাগণের মধ্যে দলত্যাগ প্রভৃতি পাপের বৃদ্ধি হইতেছে? অযোধ্যা গেজেট বলেন, লাক্ষৌর ১৯ সংখ্যক [illegible] সেনাদলের এক [illegible] [illegible] তলয়ার লইয়া শিবির হইতে পলা[illegible] [illegible] পথে সে দুই জন এতদ্দেশীয়কে [illegible] আহত করে, তন্মধ্যে এক ব্যক্তির [illegible] হইয়াছে। সে মৃত ও রুগ্ন [illegible] সম্পাদক এটবেলা উক্তিয়া [illegible] এ ঘটনাটি "হঠাৎ" হইয়াছে সন্দেহ নাই।

আলাহাবাদ গেজেট বলেন, তত্রত্য কএক জন ইউরোপীয় সৈন্য ৭ই জুলাই তত্রত্য এক বণিকের দোকান লুঠ করিবার চেষ্টা করে। তত্রত্য পুলিসের সহিত তাহাদিগের দাঙ্গা হয়। পুলিস চৌকিদারেরা অতিশয় সাহস সহকারে সেনাদিগকে দূরীভূত ও একজনকে ধৃত করিয়াছে। যৎকালে দাঙ্গা হয়, ইউরোপীয় গণের হস্তে বন্দুক ছিল, পুলিস সিপাহীরা কেবল তাহাদিগের লাঠি লইয়া যুদ্ধ করে। রেইলওয়ের এক জন ভূতপূর্ব্ব কর্ম্মচারী সেনাগণকে [illegible] দেয়।

ফরাশী ও ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট [illegible]স্থি করিয়াছেন পরস্পরের রাজ্যমধ্যে যত [illegible] ইষ্ট ষ্টক কোম্পানি আছে, তাহাদিগের দেনা পাওনার বিবাদ হইলে পরস্পর রাজ্যের আদালতে নালীশ হইবে। [illegible] জাতি যে রাজ্যে থাকিবেন তাহার নিয়মানুসারে তাঁহাদিগের বিচার হইবে, অতএব এক্ষণে ইংলণ্ডেশ্বরীর রাজ্যমধ্যে দেউলিয়া হইয়া ফরাশী রা[illegible] পলায়ন করিবার উপায় গেল।

এযুক্ত জনপ্রতি, সু প্রিমকোর্ট [illegible] হাল ডাক্তার প্রধানতম বিচারাল[illegible] বে-টাউন কালের গ্রন্থাদি সম্প্র[illegible] পুস্তকালয়ে (মেটকাফহলে) [illegible] এ পুস্তকালয় অন্য কোন [illegible] বৎসরের জন্য থাকিবে। যে [illegible] দরকার চাই না কি?

কে[illegible] ইণ্ডিয়া [illegible] সভা[illegible] পণ্ডিত ভূমি বিক্রয়ের [illegible]

রিতে অনুরোধ করিয়াছেন। লাওহোমভার্গ সভা চা করদিগের বড় বন্ধু বলেন বোধ হইতেছে।

উক্ত পত্র এতদ্দেশীয় পুলিস সংশোধন প্রসঙ্গে বলিয়াছেন যতদিন হিন্দুস্থানিদিগের ন্যায় বাঙ্গালীরা আঘাতের পরিবর্ত্তে আঘাত না করিবেন ততদিন, পুলিসসংশোধনে তাঁহাদিগের কোন উপকার হইবে না? ক্রমশঃ ইষ্টের বদলে পাটকেল বন্দোবস্ত হইতেছে।

গবর্ণমেণ্ট আজ্ঞা করিয়াছেন ঢাকা ও মুরসিদাবাদ ব্যতিরিক্ত মফস্বলের আর সকল স্থানে গতবৎসরে যে পরিমাণে ইনকমট্যাক্স লওয়া হইয়াছিল, তাহাই প্রচলিত থাকিবে, তাহার আর কোন পরিবর্ত্ত হইবে না। যদি এরূপ হয় এখন কোন আসেসর অন্যায় কর ধার্য্য করিলে, প্রজাগণের তৎক্ষণাৎ গবর্ণমেণ্টের গোচর করা কর্ত্তব্য।

১০ই শ্রাবণ শুক্রবার।

আমরা একটি অতি শোচনীয় ঘটনার সংবাদ প্রাপ্ত হইয়াছি। শ্রীরামপুরের অন্তঃপাতি থানা হরিপালের অধীনস্থ গামাখরা বৈকুণ্ঠপুর গ্রামের এক দরিদ্র শুঁড়ি কলিকাতায় কর্ম্ম করে। তাহার স্ত্রী তাহার বাসগ্রামে থাকিত। স্ত্রীলোকটি অতিশয় সুন্দরী ও অল্পবয়স্কা। তাহার তাদৃশ অভিভাবক ছিল না। তিনটী ভদ্রলোকের যুবা তাহাকে কুপথগামিনী করিবার অনেক চেষ্টা পায়, কিন্তু কিছুতেই কৃতকার্য্য হইতে পারিল না। এক দিবস ঐ স্ত্রীলোক স্নান করিয়া রন্ধন করিবার জন্য অপর এক বাটীতে অগ্নি আনিতে গেল, সেই সুযোগে ঐ দুর্বৃত্ত যুবকেরা তাহার গৃহে গিয়া লুকায়িত হইয়া রহিল। সে রন্ধনাগারে অগ্নি রাখিয়া শয়ন গৃহে কোন দ্রব্য আনিতে গেল। ঐ দুর্বৃত্তেরা ঐ অবসরে তাহাকে ধরিয়া ও তাহার মুখ বন্ধ করিয়া দুরবস্থা করিল। এই অত্যাচার কালেই তাহার প্রাণ বিয়োগ হইল। যুবকেরা এই ঘটনা দেখিয়া ভীত হইয়া পলায়ন করিল। পরে তত্রত্য জমীদারের গমস্তা মণ্ডল ও চৌকিদারকে কিছু উৎকোচ দিয়া স্ত্রীলোকটির গলদেশে রজ্জু দিয়া, সে উদ্বন্ধনে প্রাণত্যাগ করিয়াছে, এই জনরব তুলিয়া দিল। হরিপালের দারোগা ও উদ্বন্ধনের কথা মাজিষ্ট্রেটের নিকটে রিপোর্ট করিলেন। চারি দিবসের পর ঐ মৃত দেহ শ্রীরামপুরে আনীত হইল। কিছু দিন পরে শুঁড়ি আপন বাটীতে আসিয়া তাহার স্ত্রীর মৃত্যুর প্রকৃত কারণ জানিতে পারিয়া শ্রীরামপুরের মাজিষ্ট্রেটের নিকটে নালীশ করিল। মাজিষ্ট্রেট বৈদ্যবাটীর দারোগার উপর অনুসন্ধানের ভার দিলেন। ঐ দারোগার যত্নে সমুদায় কাণ্ড প্রকাশিত হইয়াছে। হরিপালের দারোগা, গমস্তা মণ্ডল ও চৌকিদার ধৃত হইয়াছে, দুর্বৃত্ত যুবক ত্রয় পলায়ন করিয়াছে। ঐ সমাচারটী যদি সত্য হয়, পুলিস রাখিয়া গবর্ণমেণ্টের বৃথা ব্যয় স্বীকারে প্রয়োজন কি?

কিনিকের বোয়ালিয়ার সংবাদদাতা বলেন, উক্ত নগর প্রায় পদ্মার গর্ভস্থ হইল। সরকারী বাটী সকল ও ওয়াটসনের সুবিখ্যাত অট্টালিকা বিনষ্টপ্রায় হইয়াছে। তত্রত্য সাধারণ পুস্তকালয় ভগ্ন হইয়াছে। সর্ব্ব শুদ্ধ প্রায় ৪।৫ লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হইতে বসিয়াছে। এত টাকার সম্পত্তি গেল, পূর্ব্বে একটী বাঁধ দিবার চেষ্টা করিলে কি এ সকল রক্ষা হইত না?

ইংলিসম্যান বলেন, দমদমায় সেনা শিবির থাকিবে কি না এই বিষয়ের বিবেচনার্থ এক কমিসন বসিয়াছে। সর হিউ রোজ এই স্থান ত্যাগ করিবার প্রস্তাব করিয়াছেন। বিদ্রোহ কালে দমদমায় যে সকল বারিক নির্ম্মিত হইয়াছে, তাহাতে দশ সহস্র সেনা স্বচ্ছন্দে থাকিতে পারে। গবর্ণমেণ্টের বিস্তর ব্যয় হইয়াছে। দমদমা অস্বাস্থ্যকর স্থানও নহে। তবে কি কারণে তাহা ত্যাগ করিবার চেষ্টা হইতেছে? গবর্ণমেণ্টের ধনস্থানে কি শনি হইয়াছে?

উক্ত পত্র আরও বলেন, পূর্ব্ব বাঙ্গালার রেইলওয়ে ষ্টেসনের নিকটে একটি বাজার হইবে। গবর্ণমেণ্ট তন্নিমিত্ত আড়াই লক্ষ টাকা দিয়াছেন।

কলিকাতার নিমুলিয়ায় দুইটী বালক আনিয়া অত্যন্ত উৎপাত করাতে [illegible] ব্যক্তি পুলিস কমিসনরের নিকটে এই বিষয় জানাইয়াছেন। দুই প্রেসিডেন্সি [illegible] আবশ্যক না কি? পুরুষেরা কি সাক্ষী? [illegible]

হিন্দুপেট্রিয়ট মরীয়ার [illegible] ডিপুটী কালেক্টরের নথি হারাইবার বিষয়ে যাহা লিখিয়াছেন, ইণ্ডিয়ান ফিল্ড তাহা সম্পূর্ণ [illegible] স্বীকার করেন নাই, এবং তাহা [illegible] করেন নাই। তিনি বলেন ডেপুটি [illegible] বাবু দীননাথ আঢ্য (আমরা [illegible] বাবু চণ্ডীচরণ সিংহকে লক্ষ করিয়াছিলাম [illegible] তাঁহার নিকট ক্ষমা প্রার্থনা করি) [illegible] দোষী হইতে পারেন না।

যাহা হউক সাধারণে অবিলম্বে [illegible] মতের অনুমোদন করিবেন না। আমরা পুনর্ব্বার কহিতেছি নথি হারাইবার কারণ [illegible] জান করা আবশ্যক।

উক্তসম্পাদক মিলবরি জাষ্টিসন [illegible] অপরাধ লঘু করিবার চেষ্টা [illegible] কি যে চেষ্টা করুন পাপ প্রকাশ [illegible] হউক চরণাঘাত দ্বারা [illegible] করা যে দোষ নয় ইহা কোন [illegible] অবধারণ করিতে পারিলাম না।

১১ ই শ্রাবণ শনিবার।

সমাচার হিন্দুস্থানী বলেন, [illegible] এক বেণের বাটীতে দশ জন [illegible] করিয়া ২০০০ টাকার দ্রব্য অপহরণ করিয়াছে। তাহারা অদ্যাপিও ধৃত হয় নাই।

উক্ত পত্রে তিনটী হত্যাকাণ্ডের বিবরণ [illegible] হইয়াছে। এক ব্যক্তি [illegible] করিয়া ধৃত হইয়াছে। গয়ার [illegible] মুসলমান আপনার স্ত্রীকে হত্যা করিয়া ধৃত হইয়াছে। হরমোবাই গ্রামে এক জন [illegible] কনষ্টাবল আত্মহত্যা করিয়াছে। [illegible] এত হত্যা কি জন্য হইয়া থাকে?

মণিপুরে [illegible] তথায় এক রেজিমেণ্ট সিপাহী প্রেরিত হইয়াছে।

ইংলিসম্যান প্রকাশ করিয়াছেন বাবু জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর ব্যারিষ্টরের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া লণ্ডনের বিশ্ববিদ্যালয়ের ভারতবর্ষীয় আইনের অধ্যাপক হইয়াছেন।

নিম্ন লিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ বিক্রীত হইয়াছে।

৫ টাকার সিকা .... ৯৬।০—৯৭।।০

৪ টাকার কোম্পানির .. ৯৭॥০—৯৮৮০
৫ টাকার ঐ .... ১০৪॥৶—১০৪৸৶
৫॥০ টাকার ঐ .... ১১১৸৶—১১২৶

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা ।

১৯ এ জুলাই শনিবার ।

গবর্নর জেনেরল সভাপতি : সর বার্টলেপিয়র হারিংটন, আরকিন, গ্রে, ফিটজউইলিয়ম, ও ফাউই সাহেব উপস্থিত ছিলেন ।

প্রধানতম বিচারালয়ে ফি, ও ইষ্টাম্প মাসুল আদায় ঐ ১৮৫৮ অব্দের ৮ আইনের কয়েকটি ধারা রহিত করিবার অভিপ্রায়ে হারিংটন সাহেব এক বিল অর্পণ করিলেন । এই বিলের মর্ম এই, সুপ্রিম ও সদর কোর্ট একত্রিত হইয়া প্রধানতম বিচারালয় হইয়াছে [illegible] জন্য সুপ্রিম কোর্টে অংশে পূর্ব্বে [illegible] ফি লওয়া হইবে । সদরের অংশে ১০ [illegible] ৩০ [illegible] অনুসারে ইষ্টাম্প মাসুল আ[illegible] [illegible] [illegible] হইতে তাঁহা[illegible] [illegible] বিচার সম্পর্কে সদরের ন্যায় ইষ্টা[illegible] লাগিবে কিন্তু যে সকল যে কাগজ পূর্ব্বে স[illegible] আনিতে পারিত না, তাহাতে ইষ্টাম্প লাগিবে না । বিচারপতিরা ১৮৫৯ অব্দের ৮ আইন অনুসারে আপনাদিগের রায় আপনারা লিখিবেন । এক্ষণে আপীলের কাল ৯০ দিবস স্থির আছে কিন্তু প্রধানতম-বিচারালয় বেক্তা পূর্ব্বক ইহার পরিবর্ত করিতে পারিবেন ।

এ জুন পর্য্যন্তের ইউরোপীয় সমাচার ।

[illegible] গবর্ণমেন্টের সেনারা ক্রমশঃ [illegible] করিতেছে । একটি যুদ্ধ হই[illegible] তাহারা জয়ী হইয়াছে ব[illegible] বিদ্রোহীদিগের সকা[illegible] আসিয়াছে ।

[illegible] প্রস্তাব করিয়াছেন, [illegible] আমেরিকার যুদ্ধ উপা[illegible] পক্ষে ৩০০০ ক্রী[illegible] হীন হইয়াছে [illegible] করা কর্ত্তব্য । এই প্র[illegible] বি[illegible] করিতেছেন ।

[illegible] মধ্যে ৩০,০০০ মজা তুলা নষ্ট করা হইয়াছে ।

[illegible] নীয়রের কয়েক জন প্রতিনিধি সর চার্লস উডের সহিত সাক্ষাৎ করিয়া ভারতবর্ষে প্রেরিত বস্ত্রের শুল্ক উঠাইয়া দিবার প্রার্থনা করিয়াছিলেন । সর চার্লস উড এই বলিয়া তাহার উত্তর দান করিয়াছিলেন যে ঐ প্রার্থনা গ্রাহ্য করা যাইতে পারে না, যেহেতুক ভারতবর্ষে এখনও এক কোটি টাকা আয়ের অকুলান হইয়াছে ।

ইটালির মহাসভা তত্রত্য রাজাকে এক অভিনন্দন পত্র প্রদান করিয়া রোমকে ইটালির রাজধানী করিবার অনুরোধ করেন । রাজা তাঁহাদিগের মতের অনুমোদন করিয়াছেন ।

সর চার্লস ওয়াইকের মেক্সিকোর গবর্ণমেন্টের সহিত এক সন্ধি হয় । কিন্তু তাহাতে পূর্ব্বকার এক সন্ধির উল্লেখ থাকাতে ইংলণ্ডীয় গবর্ণমেন্ট তাহা গ্রাহ্য করিতে অসম্মত হইয়াছেন

২১এ জুন আর্ল কানিংকে ওয়েষ্ট মিনষ্টর আবি বাটীতে সমাহিত করা হইয়াছে ।

সেনাপতি করে মেক্সিকোস্থিত ফরাশী সৈন্যের অধ্যক্ষ হইয়াছেন । ফরাশীরা অর্জিজাবা নগরে রহিয়া আসিয়া সহকারী সেনার জন্য প্রতীক্ষা করিতেছে । ১০,০০০ সহকারী সৈন্য, কেহ কেহ অনুমান বলেন ১৫,০০০ সৈন্য প্রেরিত হইবে ।

গ্রীক দেশীয় মন্ত্রি সম্প্রদায় এক ঘোষণা পত্র দ্বারা প্রকাশ করিয়াছেন তাঁহারা যথার্থ রাজনিয়মানুসারে রাজ্যিক কার্য্য নির্ব্বাহ করিবেন । স্বক্ষক সেনা সংগ্রহ ও মহাসভায় প্রতিনিধি মনোনীত করিবার জন্য শীঘ্র কয়েক খানি বিল অর্পণ করা হইবে ।

কাপ্তেন অসবরণ ও আর কয়েক জন ইংরাজ আফিসরকে আপনাদিগের সেনা দলের অধ্যক্ষ করিবার জন্য চীন দেশীয় গবর্ণমেন্ট যে প্রস্তাব করিয়াছেন; ইংলণ্ডীয় গবর্ণমেন্ট তাহা বিবেচনা করিতেছেন ।

আমেরিকার গবর্ণমেন্ট প্রকাশ করিয়াছেন সম্প্রতি রিচমণ্ডের নিকটে যে যুদ্ধ হইয়াছে তাহাতে ৫১৭৯ জন হত, আহত ও অদৃশ্য হইয়াছে ।

ইহা এক প্রকার নিশ্চয় হইয়াছে রুশীয়ার গবর্ণমেন্ট বিক্টর ইমানিউএলকে ইটালির রাজা বলিয়া স্বীকার করিবেন ।

গবর্ণমেন্ট বিজ্ঞাপন ।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেন্ট গবর্নরের আদেশানুসারী নিয়োগ ।

বাবু বেণীমাধব ঘোষ মেদনীপুরের ছোট আদালতের জজ হইয়া উক্ত জেলায় প্রধান সদর আমিনের ক্ষমতা পাইবেন ।

বাবু নবীনকৃষ্ণ পালিত মেহেরপুরের ছোট আদালতের জজ হইয়া নদীয়া জেলায় প্রধান সদর আমিনের ক্ষমতা পাইবেন ।

নিম্ন লিখিত প্রধান সদর আমিনেরা প্রথম শ্রেণির প্রধান সদর আমিন হইবেন ।

বাবু তারকনাথ সেন ২৪ পরগণা

বাবু শ্রীনাথ বিদ্যাবাগীশ ত্রিহুত

বাবু রাধাবল্লভ বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার প্রধান সদরআমিন হইয়া উক্ত জেলায় প্রথম শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন ।

বাবু কৈলাসচন্দ্র দে ২৪ পরগণার প্রধান সদর আমিন হইয়া উক্ত জেলায় মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন ।

কে, মরক্ট, নাদের সাজনাবিব সদর আমিন ও সদর মুনসেফ হইবেন ।

বাবু কৃষ্ণলাল বন্দ্যোপাধ্যায় মুরশিদাবাদের সদর আমিন ও সদর মুনসেফ হইবেন ।

নিম্ন লিখিত মুনসেফেরা প্রথম শ্রেণিতে প্রবিষ্ট হইয়াছেন ।

বাবু রসিকলাল ও বাবু গঙ্গাচরণ সরকার

মৌলবী আলি আজিম বেহারের প্রধান সদর আমিন হইবেন ।

মৌলবী ইরাদত আলি শাহাবাদের প্রধান সদরআমিন হইবেন ।

বাবু শরচ্চন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিম বর্দ্ধমানের প্রধান সদরআমিন হইবেন ।

মৌলবী ইমদাদ আলি ত্রিহুতের প্রধান সদরআমিন হইয়া উক্ত জেলার প্রথম শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন ।

মৌলবী ইএত হোসেন সারণের প্রধান সদরআমিন হইবেন ।

মৌলবী আমোদী আলি পূর্ণিয়ার প্রধান সদর আমিন হইবে ।

বাবু তারাকান্ত বিদ্যাসাগর বাকরগঞ্জের প্রধান সদর আমিন হইবেন ।

বাবু গঙ্গাচরণ ঘোষ রঙ্গপুরের প্রধান সদর আমিন হইয়া উক্ত জেলায় প্রথম শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন ।

বাবু হরগৌরী বসু চট্টগ্রামের, প্রধান সদর আমিন হইবেন ।

সোমপ্রকাশ

" [illegible] "

৪ ভাগ। ৩৮ সংখ্যা। | সন ১২৬৯। ২০ শ্রাবণ। ইং ১৮৬২। ৪ আগস্ট | মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশ।

২০এ শ্রাবণ সোমবার।

হায়! মানুষের স্বভাব কি

বিকৃত হইয়াছে!

দীর্ঘ কালের অভ্যাস বশতঃ হউক, ন্যায় দর্শনে নৈসর্গিক অসহিষ্ণুতা বশতঃ উক, আর সম্পাদকতা কার্য্যভার গ্রহণ জন্যই হউক, অন্যায় দর্শন করিলেই আমাদিগের চিত্ত নিতান্ত অসুখিত ও অবিলম্বে তৎপ্রতীকারের উপায় অন্বেষণে প্রবৃত্ত হয়। কিন্তু আমাদিগের চিত্ত প্রথমে পরুষ উপায় গ্রহণে কোন ক্রমেই উৎসুক হয় না। মানুষ ভ্রমপ্রমাদের আকর স্থল। ভ্রম প্রমাদ অথবা অজ্ঞতা বশতঃ মানুষের অন্যায় প্রবৃত্তি জন্মিবার অসম্ভাবনা নাই। এই বিবেচনা করিয়া ন্যায়ান্যায় বুঝাইয়া দিয়া আন্ত, প্রমত্ত ও অজ্ঞ ব্যক্তিদিগকে ন্যায়পথে প্রবর্ত্তিত ও সাবধান করিয়া দিবার নিমিত্তই আমাদিগের প্রাথমিক চেষ্টা জন্মে। কিন্তু ক্ষোভের বিষয় এই, অনেকের এরূপ কদর্য্য স্বভাব দেখিতে পাওয়া যায় যে তাহারা সেই সেই বাক্যে আত্মদোষ সংশোধন চেষ্টা না পাইয়া প্রভূত জ্বলন্ত ঘৃতে বারিবিন্দু প্রক্ষেপের ন্যায় সাতিশয় প্রদীপ্ত হইয়া উঠে।

অল্প দিন হইল আমরা সোমপ্রকাশ দ্বারা অনুচিতকারী কয়েক ব্যক্তিকে সাব- ধান করিবার চেষ্টা পাইয়াছিলাম, আর একদল অন্যায়কারীকে গোপনে সতর্ক করিয়াছিলাম। কিন্তু উভয় স্থলেই বিপ রীত ফল ফলিয়াছে। এক দল আমাদিগের নামে অভিযোগ করিবার ভয়প্রদর্শন করিয়াছেন, আর এক দল আমাদিগের শারীরিক ও সামাজিক অনিষ্ট করিবার ভয় দেখাইয়াছেন। আমরা কর্ত্তব্য কর্ম্ম করি য়াছি বলিয়া যখন আমাদিগের চিত্ত আ মাদিগের কার্য্যের অনুমোদন [illegible] তখন আমরা কিছুতেই ভীত হই [illegible] প্রকাশ কি ইচ্ছা করিয়া কখন মি লিখিয়া থাকে? অলীক ও অমূল লিখিয়া আত্মকলেবর পূর্ণ করা কি প্রকাশের রোগ আছে? [illegible] বাক্যে অণুমাত্র সন্দেহ থাকে, সোম কখন তাহাদিগের বর্ণিত অবস্থা বিষয়কে স্থান দান করে না। [illegible] কল বিষয় প্রমাণ করিয়া দিতে এরূপ সম্ভাবনা আছে, তাহাই ও কহিয়া থাকি। [illegible] রচনা অথবা সুখ্যাতি লাভ করিয়া উপার্জ্জন করা সোমপ্রকাশের উদ্দে [illegible] নহে। যে কোনরূপ [illegible] ক, সাধ্যানুসারে কুক্রিয়ার [illegible] প্রচারের প্রধান উদ্দেশ্য। [illegible] তে এই কার্য্যটি হইবে বলিয়া কি [illegible] মুদ্রাযন্ত্রকে স্বাধীনতা প্রদা[illegible] নাই? পাঠকগণ! আজি সকলকে [illegible] দিগকে কিছু জানাইয়া রাখিলাম, প্রয়োজন হয়, পশ্চাৎ ইহার বিস্ত বিবরণ জানিতে পারিবেন।

পরিশেষে ভয় প্রদর্শনকারিদি প্রতি আমাদিগের বক্তব্য এই, তাঁ লোকসমাজে আপনাদিগের প্রতি রক্ষা করিবার নিমিত্ত যে উপায় নি রূপণ করিয়াছেন, তাহা পরি[illegible]

...আমরা মুক্তকণ্ঠে কহিতেছি, তা... ক্রমেই কৃতকার্য্য হইতে পা... না। আমরা হিত উদ্দেশ করিয়া ...গকে একটী সহজ উপায় কহিয়া ...ই, উঁহারা আত্মদোষ সংশোধন ..., সহজে কৃতার্থতা লাভে সমর্থ হই...। তাঁহারা নিশ্চয় জানিবেন বিদ্বেষ ... আমরা তাঁহাদিগের অনিষ্টাচরণে ...ত নহি।



ম্যাঞ্চেষ্টরের তন্তুবায়বর্গ ও ভারতবর্ষীয় তুলা।

...চর দেখিতে পাওয়া যায় স্বার্থ ...কেরা আপনাদিগের কল্টককে পৃথি...ভাগ্যের কারণরূপে গণনা করে, ...সময়ে তাহারা অন্ধ হইয়া থাকে, ...দিগের কষ্টের সময় উপস্থিত হই...হারা যদি অভিমত আশ্রয় না পায়, ...ইলেই তাহাদিগের ব্যগ্রতা ও কো...রিসীমা থাকে না। আমরা মাঞ্চে... তন্তুবায়দিগকে এই ভাবাপন্ন দেখি... যখন প্রচুর পরিমাণে আমেরিকা ...তুলা আসিত, তখন তাঁহারা ভারত...বর্ষে উদাসীন ছিলেন; ভারতব...। উৎপাদন চেষ্টা করিলে ভারতব...র্গম দ্বার বিবৃত হইয়া আপনাদি... অরোলাভ হইবে, এ কথা তখন ...দগের মনে উদয় হয় নাই। কিন্তু ...ক্যারোলিনা রুদ্ধ ও তুলা দর্শন ..., এখন তাহাদের প্রতি তাঁহাদি... দৃষ্টি নিপতিত হইয়াছে। তাঁহারা এত... এ চেষ্টা পাইলে এখন তাঁহাদিগকে ...কাতর হইতে হইত না। স্বার্থসম্বন্ধ ...উপস্থিত না হইলে সংসারের ...র কোন বিষয়ে প্রবৃত্তি জন্মে না, অ... ইদানীন্তন প্রবৃত্তি দেখিয়া মাঞ্চেষ্টর ... তন্তুবায়দিগকে দূষিত করা যায় না; ...নিমিত্ত আমরা দূষিতও করিতেছি...। ...য়া স্বার্থের নিমিত্ত আত্মহিত চেষ্টা

করিতেছেন করুন, তাহাতে বারণ কি? তাঁহারা স্বার্থের নিমিত্ত যে আমাদিগের অহিত চেষ্টা করিতেছেন, তাহাতেই দুঃখ জন্মিতেছে। পাঠকবর্গের স্মরণ থাকিতে পারে, পূর্ব্বে ম্যাঞ্চেষ্টরের তন্তুবায়বর্গ ও তাঁহাদিগের প্রতিনিধীভূত কলিকাতার বণিক সম্প্রদায় ম্যাঞ্চেষ্টরী বস্ত্রের শুল্ক কমাইবার চেষ্টা পান। লণ্ডনে কয়েক জন তন্তুবায় তুইবার সর চারলস উডের সহিত সাক্ষাৎ করিয়া বস্ত্রের আমদানী কর উঠাইয়া দিবার অনুরোধ করেন। সর চারলস উড তদুত্তরে কহিয়াছেন, আজিও ভারতবর্ষের ব্যয় অপেক্ষা আয় অধিক হয় নাই, অধিক হইয়াছে বলিয়া যে হিসাব দেওয়া হইয়াছে, সে ভ্রমমাত্র; অতএব এমন অবস্থায় মাসুল রহিত করা সঙ্গত নহে। অতএব তিনি বণিক গণের প্রার্থনা পরিপূরণ করিতে অসমর্থ হইলেন।

হাউস অব কমন্সেও মাঞ্চেষ্টরের প্রতিনিধির প্রস্তাব ক্রমে তুলা প্রসঙ্গ লইয়া যৎকালে তর্ক বিতর্ক হয়, তৎকালেও সর চারলস উড যথার্থ রাজনীতিজ্ঞের ন্যায় প্রত্যুত্তর দান করিয়াছেন। তিনি বলেন তন্তুবায়বর্গ ভারতবর্ষ হইতে তুলা আনয়নাকাঙ্ক্ষী হইয়াছেন, অতএব ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট তাঁহাদিগের মনোরথ সিদ্ধির নিমিত্ত সবিশেষ যত্নবান হইয়াছেন, তুলার সুবিধার নিমিত্তই পব্লিক ওয়ার্কে বিস্তর ব্যয় করা হইতেছে। কিন্তু তুলার জন্য ঋণ করা অবিধেয়।

আমরা তন্তুবায়দিগের দুরাশা দর্শন করিয়া বিস্ময়াবিষ্ট হইতেছি। তাঁহাদিগের ক্ষতি হইতেছে বলিয়া কি আমাদিগের গবর্ণমেণ্ট আয়ের একটী উৎকৃষ্ট উপায় ত্যাগ করিবেন? ঐ আয় গেলেই তৎপূরণার্থ আবার নূতন আয়ের প্রয়োজন হইবে সন্দেহ নাই। অপর, রাস্তা ঘাট প্রভৃতির নিমিত্ত আমাদিগের নিকট হইতে অত্যাচারের হেতুভূত নূতন কর গ্রহণ

করিতে হইবে! তন্তুবায়েরা নিশ্চিন্তমনে বসিয়া বিনা ব্যয়ে তুলা পাইবেন। ইহা কি তাঁহাদের বাতুলতা। ইহা কি আপনাদিগের ক্ষতি দূর করিবার নিমিত্ত পরকে কষ্ট দিবার চেষ্টা নয়? আমাদিগের গবর্ণমেণ্ট তাঁহাদিগের সুবিধার নিমিত্ত আমাদিগের নিকট হইতে কর গ্রহণ না করিয়া কি রাস্তা ঘাট প্রভৃতির নিমিত্ত ইংলণ্ড হইতে টাকা আনিবেন? ভারতবর্ষের সম্পত্তিই ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের সম্পত্তি, তাহাদিগের স্বতন্ত্র সম্পত্তি নাই। অতএব যদি তন্তুবায়গণের আত্মকল্যাণের ইচ্ছা থাকে, তাহারা স্বয়ং কোম্পানি হইয়া রাস্তা ঘাট প্রভৃতি বিষয়ে ব্যয় করিয়া স্বকার্য্য সাধন চেষ্টা করুন। ভারতবর্ষে আমদানী কর গৃহীত হওয়াতে তাহাদিগের ক্ষতি হইতেছে না।

সর চারলস উড উল্লিখিত তন্তুবায়গণের অসঙ্গত প্রার্থনার যে উত্তর দান করিয়াছেন, তাহাতে একটী ত্রুটি লক্ষিত হইতেছে। ভারতবর্ষের আয় উদ্বৃত্ত হয় নাই, অতএব তিনি বস্ত্রের মাসুল রহিত করিতে পারেন না, এইরূপ উত্তর না দিয়া এককালে মূল যুক্তি ধরিয়া তাহার উত্তর দেওয়া উচিত ছিল। সে যুক্তি এই, ইংলণ্ডের শ্রেণি অথবা সম্প্রদায় বিশেষের সুবিধার নিমিত্ত ভারতবর্ষের আয় পরিত্যাগ করা বিধেয় নহে। ইংলণ্ড হইতে আমদানী বস্ত্রের যে মাসুল লওয়া হইতেছে অনুধাবন করিয়া দেখিলে এদেশীয়দিগের স্কন্ধেই তাহা পতিত হইতেছে, অতএব সেই মাসুল রহিত হইলে এ দেশেরই সুবিধা, এ দেশীয়েরা সুলভ মূল্যে বস্ত্র পাইবেন, তথাপি যে আমরা এত আপত্তি করিতেছি, তাহার কারণ এই, অসাক্ষাৎ কর রহিত হইলেই আমাদিগের নিকট হইতে সাক্ষাৎ সম্বন্ধে কর গৃহীত হইবে সন্দেহ নাই, কিন্তু সাক্ষাৎ সম্বন্ধে কর গ্রহণ এ দেশের নিতান্ত বিরুদ্ধ, বিদ্বেষ জন্মিবার বিশেষ কারণ এই, সাক্ষাৎ সম্বন্ধ করে আত্যন্তিক অত্যা...

[illegible] র প্রতিনিধি [illegible]। [illegible] তার [illegible] পরিত্যাগ [illegible] ক্রমেই বিস্তার হইতেছে। ঐ।

অত্যাচার বিষয়ে প্রদেশীয় জমীদার জোর যার মুলুক তার।

"ব্যাধিস্তঃ চিকিৎসয়েৎ।"

যে রোগ প্রবল হইয়া উঠে অগ্রে তাহার চিকিৎসা করাইবে।

সম্প্রতি এদেশে ইউরোপীয়দিগের অত্যাচার অত্যন্ত প্রবল হইয়া উঠিয়াছে। ইহার প্রতীকার চেষ্টাতেই সকলে ব্যস্ত সমস্ত আছেন। সুতরাং আমাদিগের দেশের জমীদারদিগের পাপক্রিয়া ও অত্যাচারের প্রতি কেহ বড় দৃষ্টিপাত করিতেছেন না। উহা এক্ষণে একপ্রকার আচ্ছন্ন হইয়া আছে। মহাপ্রদীপ প্রজ্বালিত হইলে ক্ষুদ্র প্রদীপ তাহার নিকটে দীপ্তি পায় না। অতএব অসৎ ইউরোপীয়দিগের অত্যাচার ক্রমে ক্রমে আর সকল অত্যাচারকে ঢাকিয়া ফেলিতেছে। কিন্তু পাঠকগণ? এরূপ অনুমান করিবেন না যে, এ দেশের পুরাণ পাপিরা (জমীদারেরা) সকলেই সাধুশীল হইয়াছেন।

এক ব্যক্তি বর্দ্ধমানের এক জমীদারের অত্যাচার বৃত্তান্ত লিখিয়া আমাদিগের নিকটে পাঠাইয়াছেন। আমরা উহা যথা স্থানে প্রকাশ করিলাম। পাঠকগণ! আপনারা কি মনে করিতেছেন, সমুদায় বর্দ্ধমান জিলার মধ্য হইতে এই একটি মাত্র গুণপুরুষ আবিষ্কৃত হইয়াছেন? তাহা নয়। এই রূপ অনেক গুণ পুরুষ [illegible] আছেন। [illegible] অত্যাচার [illegible] বিধ [illegible] আমাদিগকে [illegible] [illegible]

[illegible] না। কিন্তু এরূপ অনেক জমীদার [illegible] তাঁহারা এই আইনের মস্তকে [illegible] করি। প্রজাগণকে বদ্ধমূল করিয়া [illegible] যার পর নাই পীড়ন করিয়া থাকেন। তবে বিশেষের মধ্যে এই হইয়াছে, পূর্ব্বে জমীদারেরা সর্ব্বসমক্ষে প্রকাশ্য রূপেই প্রজাগণকে প্রহারাদি করিতেন, এখন আর সেটা বড় করেন না।

জমীদারদিগের মধ্যে আর একটী দল হইয়াছে, তাঁহারা বড় পাকা লোক! উঁহারা কুকার্য্য পরিপাক করিবার উদ্দেশে বাহিরে বিদ্যালয় ও চিকিৎসালয় প্রভৃতি স্থাপন করিয়া থাকেন। আমাদিগের প্রাচীন দলের একটী সম্প্রদায় হইতে তাঁহাদিগের এই শিক্ষাটী হইয়াছে। ঐ সম্প্রদায় গোপনে না করেন, এমন কুকর্ম নাই, পরদারগমন উৎকোচ গ্রহণ ও কৃতঘ্নতা করিয়া পরের সর্ব্বস্ব হরণ প্রভৃতি কিছুতেই পরাঙ্মুখ নহেন, তাঁহাদিগের এই সকল কুক্রিয়া জীর্ণ করিবার মহৌষধ আছে। সে ঔষধ এই, গঙ্গাস্নান ও মালা ধারণ।

জমীদারেরা কি চিরকাল অবিরোধে এই রূপ অত্যাচার করিবেন? ইহার কি নিবারণের উপায় নাই? উপায় আছে। সে উপায় এই, অধ্যবসায় সহকারে রাজপুরুষদিগের অনুসন্ধান করিয়া দুষ্কৃতিদিগের বাহির করিবার চেষ্টা এবং এ দেশের মধ্যম ও তৃতীয় শ্রেণীর লোক। মধ্যম ও তৃতীয় শ্রেণীকে এক বাক্য হইয়া জমীদারদিগের যাবতীয় দোষের বিষয় রাজপুরুষদিগের গোচর করিতে হইবে। তাঁহাদিগের সকল [illegible] ব্যক্তিকে রাজপুরুষেরা [illegible] বা [illegible] [illegible] নাই। [illegible] [illegible]

[illegible] দুষ্প্রতিকারী [illegible] আছে। ইংলণ্ডের [illegible] দের দুষ্প্রাপ্য হইয়াছে [illegible] দের তৃতীয় ও মধ্যম [illegible] দিগের উন্নতি সাধনে সমর্থ [illegible] দের হইয়া না হইলে [illegible] দে ইহাদিগকে পরম সৌভাগ্য [illegible] তে হইবে। আমাদিগের গবর্ণমেণ্ট [illegible] দের সবিশেষ সহায়তা [illegible] নাই।

[illegible] সহায়ঃ কার্য্যাণি [illegible] [illegible]

প্রবল ব্যক্তি যদি [illegible] হয়, সেই ক্ষুদ্র ব্যক্তি [illegible] হইতে পারেন। পর্ব্বতের [illegible] গজাদির সহিত মিলিত হইয়া [illegible] সে সমর্থ হয়।

আমাদিগের [illegible] এক অংশে যেমন [illegible] অপর অংশে তাঁহাদিগের [illegible] আছে। তাঁহাদিগকে [illegible] ন্যায় অত্যাচারকারী [illegible] গর্ব খর্ব করিবার চেষ্টা [illegible]

[illegible]

...দিগের মধ্যে নিরক্ষর ও [illegible] ...গের জীবিকা [illegible] লোকা প্রভৃতির ...রা, বাস, [illegible] অনভুক্ত স্বামির ...হিত স্ত্রীর [illegible] দেওয়া, এই স ...ল কার্য্য দ্বারাই উহাদিগের প্রতারণা ...সিদ্ধ [illegible]।

অদ্য আমরা যে বেদের কথা কহি ...ছি, কিছু দিন হইল, ঐ প্রতার... [illegible] তাহার স্ত্রী কামারাবাদে আসিয়া ...বসতি করে এবং উক্ত তারিণীচরণ সর ...[illegible] তাহার পরিজনগণকে আপনাদি...র [illegible] সিদ্ধি করিবার যোগ্য পাত্র ...রিয়া উহাদিগের সহিত আনু... করে। তারিণীচরণের বিশ্বাস ...নিমিত্ত বেদে নানা প্রকার কৌ...ত লাগিল। প্রতারকের নিকট ...ন ছিল, সে তারিণীচরণের নিকটে ...রাখিল। এইরূপে বিশ্বাস পাত্র ...একদিন সে এই কথা কহিল যে ...একপ ক্ষমতা আছে, সে রূপার ...না করিয়া দিতে পারে। ওদিগে ...র স্ত্রী তারিণীচরণের স্ত্রীর নিকট ...হাদিগের আগ্রহে লক্ষ্মী আছেন ...ই লক্ষ্মী তারিণীচরণের স্ত্রীকে ...ব।

...দিবার ও রূপার টাকা সোনা ...দিন স্থির হইল। নিরূপিত ...বেদিনী তারিণীচরণের স্ত্রীর ...রা কহিল, সে লক্ষ্মী আসিবে, ...বস্ত্র পরিধান ও অলঙ্কার ...রিয়া লক্ষ্মী আনা হইবে না, ...সকলকে সংযত ও কৃতোপ... থাকিতে হইবে। অনন্তর, তা... স্ত্রী একখানি নূতন বস্ত্র আ... আপনার অঙ্গে ও কন্যার অঙ্গে ...যার ছিল, তাহা খুলিয়া বেদি...নী। ও দিকে তারিণীচরণ রূপা ...পাইবার লোভে এবার লুব্ধ ...রিয়া ১০০—১২৫ টাকা জুটা...ইয়া আনিলেন। সায়ংকাল উপস্থিত হইলে তারিণীচরণ টাকা গুলি পুটলি বান্ধিয়া লইয়া নির্দ্দিষ্ট স্থানে গমন করিলেন, প্রতারকও তথায় আসিয়া উপস্থিত হইল। কথা বার্ত্তা হইতে লাগিল। এদিকে বেদিনী নূতন বস্ত্র ও তারিণীচরণের গৃহ হইতে আনীত অলঙ্কার পরিধান করিয়া লক্ষ্মী লইয়া তারিণীচরণের গৃহাভিমুখে গমন করিল। কামরাবাদ মাতলা রেলওয়ের ধারে। নিজ পথের উপরেই তারিণীচরণের একখানি দোকান আছে। সেই দোকানে আসিয়াই এই সকল কাণ্ড হইতেছিল, এমন সময়ে গাড়ি আসিয়া উপস্থিত হইল। সেই গোলযোগের সময় আপনার মনোরথ সিদ্ধির উত্তম অবসর বিবেচনা করিয়া প্রতারক টাকা গুলি চাহিয়া লইল এবং সেই গোলযোগে সরিয়া পড়িল। তারিণীচরণ মনে করিলেন, যদি সে তাঁহার গৃহের দিকে গিয়া থাকে, তাড়াতাড়ি সেই দিকে গেলেন, গিয়া দেখিলেন, বেদে ও বেদিনী নাই। একে বৃদ্ধ বয়স, তাহাতে সমস্ত দিন উপবাস, আশাভঙ্গ, ক্ষতি, এবং স্ত্রী ও কন্যার বৈধব্য দশা সূচক রিক্ত হস্ত দর্শন এই গুলি তারিণীচরণের হৃদয়ে শল্যের ন্যায় ব্যথা জন্মাইতে লাগিল। সপরিবারে হা হুতোঽস্মি করিতে লাগিলেন।

অজ্ঞ, লোভান্ধ, অবিমৃষ্যকারী, লঘুচেতা ব্যক্তিদিগকে এইরূপ প্রতারণা করিয়া প্রবঞ্চকেরা যে কৃতকার্য্য হয়, তাহা আমাদিগের বিস্ময়াবহ হইতেছে না, বিস্ময়ের বিষয় এই যে চুরী, জুয়াচুরী, প্রতারণা প্রভৃতি দোষের উন্মূলনকারী নীতিসম্পন্ন ইংরেজ রাজার অধিকার মধ্যে কুহকজীবী প্রবঞ্চকেরা নির্ব্বিরোধে প্রতারণা করিয়া কৃতকার্য্য হইতেছে অথচ গবর্ণমেণ্ট [illegible] প্রতি[illegible] করিতেছেন [illegible] কান প্রভৃতি যে [illegible] গ্রাম ও নিয়ত জীবিকা নাই, [illegible] বিশেষ একটী নিয়ম [illegible] সেই আইন দ্বারা এই নিয়ম করিতে হইবে তাহারা নানা স্থানে ভ্রমণ কারী না হইয়া এক স্থানে স্থির হইয়া থাকে এবং কৃষ্যাদি প্রবৃত্ত হইয়া জীবিকা অর্জ্জনের চেষ্টা পায়। তাহারা কৃষ্যাদি কার্য্যে রত হইলে কেবল যে তাহাদিগেরই শ্রেয়োলাভ হইবে এরূপ নহে, মনুষ্য মাত্রেরই খাদ্যশক্তি দেশের শ্রীবৃদ্ধি সাধন বিষয়ে সহায়তার আবশ্যকতা আছে, তাহাও সম্পাদিত হইবে।

সচরাচর দেখিতে পাওয়া যায়, বেদে ও কান প্রভৃতি এক এক উদাসীন গ্রামে গিয়া মধ্যে মধ্যে বাস করে, কিছু দিন থাকিয়া তথা হইতে প্রস্থান করে। একপ বাসপ্রথা অতিশয় মন্দ। সেই সেই গ্রামের প্রতি তাহাদিগের যত্ন ও অনুরাগ থাকে না, গ্রামের শুভই হউক আর অশুভই হউক, তাহাতে তাহাদিগের হর্ষবিষাদ নাই, গ্রামের লোকের সহিত আত্মীয়তা অথবা সৌহৃদ্য হয় না। একপ অবস্থায় তাহাদিগের হইতে সেই সেই গ্রামের অনিষ্ট হইবার কি সমধিক সম্ভাবনা নাই? কোন কারণে যদি গ্রামবাসিদিগের সহিত তাহাদিগের বিরোধ হয়, তাহারা নির্ভয় ও নির্দ্দয় হইয়া দারুণ বৈরনির্য্যাতন করিতে পারে। তাহাদিগের দ্বারা চৌর্য্য দস্যুতা প্রভৃতি কুক্রিয়ার অনুষ্ঠান অসম্ভাবিত ও বোধ হইতেছে না। তাহারা নিষ্কর্ম্মা সুতরাং তাহাদিগের কুকর্ম্মে অধিকতর অনুরাগ জন্মিবারই বিলক্ষণ সম্ভাবনা। বিশেষতঃ পক্ষি বধের অভ্যাস দ্বারা তাহাদিগের বিলক্ষণ ধনুঃ শিক্ষা হইয়া থাকে। যাহা হউক পরিশেষে আমরা পুনরায় অনুরোধ [illegible] ছেছি, গবর্ণমেণ্ট একটী বিশেষ [illegible] রিয়া ঐ সকল ব্যক্তির নানা স্থান ভ্রমণ নিষেধ করিয়া দিন। আপাততঃ ভারতবর্ষে প্রচুর পরিমাণে তুল উৎপাদনের [illegible] হইয়াছে, ঐ সকল ব্যক্তিকে [illegible] নিয়োজিত করুন, [illegible]

১লা জুলাই ১৮৬২ অব্দের ১৪ই আগষ্টের প্রকাশিত গেজেটের আজ্ঞানুসারে লেপ্টেনেন্ট গবর্ণর ছোট নাগপুরের নিম্ন লিখিত স্থানে ১৮৬১ অব্দের ৫ আইন (পুলিস সংশোধনী আইন) প্রচলিত করিলেন।

হাজারিবাগ, লোহারডাগা, মানভূম ও সিংভূম।

১লা জুলাই—মেজর দাল্টন প্রথম শ্রেণির ডেপুটি ইন্সপেক্টরের ভার প্রাপ্ত হইবেন।

লেপ্টেনেন্ট, টি, এচ, লুইস তৃতীয় শ্রেণির জেলা সুপরিন্টেণ্ডেণ্ট হইয়া হাজারিবাগে অবস্থিতি করিবেন।

ডবলিউ, পি ডেবিস সাহেব লোহারডাগার তৃতীয় শ্রেণির জেলা সুপরিন্টেণ্ডেণ্ট হইবেন।

লেপ্টেনেন্ট এম এ, টি, কলিন সিংভূমে দ্বিতীয় শ্রেণির জেলা সুপরিন্টেণ্ডেণ্ট হইবেন।

কাপ্তেন এ, ডবলিউ, পিবলস দ্বিতীয় শ্রেণির ডেপুটি ইন্সপেক্টর জেনেরল হইয়া বর্দ্ধমানে থাকিবেন।

প্রথম শ্রেণির ডেপুটি ইন্সপেক্টর জেনেরল মেজর জে. আর. পিউ. পাটনাবিভাগের ভার প্রাপ্ত হইবেন।

কাপ্তেন, ডি, এচ. অসবরণ বর্দ্ধমানের দ্বিতীয় শ্রেণির সুপরিন্টেণ্ডেণ্ট হইবেন।

কাপ্তেন ডবলিউ, টি, কেপান বীরভূমে দ্বিতীয় জেলা সুপরিন্টেণ্ডেণ্ট হইবেন।

ই জে মটজওয়ার্থ সাহেব হুগলির প্রথম শ্রেণির সহকারী সুপরিন্টেণ্ডেণ্ট হইয়া উক্ত বিভাগের ভার প্রাপ্ত হইবেন।

লেপ্টেনেন্ট, জে জনষ্টন চম্পারণে প্রথম শ্রেণির সহকারী সুপরিন্টেণ্ডেণ্ট হইয়া উক্ত জেলার ভার পাইবেন।

প্রথম শ্রেণির সহকারী সুপরিন্টেণ্ডেণ্ট ই, এ, এম, সিনার উক্ত জেলার ভার পাইবেন।

এফ, টি, হ্রাটন সাহেব মালদহের প্রথম শ্রেণির সহকারী সুপরিন্টেণ্ডেণ্ট হইয়া উক্ত জেলার ভার প্রাপ্ত হইবেন

১১ই জুলাই—কাপ্তেন ডবলিউ মাকডোনাল্ড সিকুদিগের জন্য কামরূপ সেনাদলের অধ্যক্ষ হইবেন।

১৫ই জুলাই—নিম্নলিখিত ডেপুটী মাজিষ্ট্রেটেরা ১৮৩৫ অব্দের ৯ আইনের ২ ধারা, ও ১৮১৭ অব্দের ১০ আইন ও ১৮৩৮ অব্দের ২৯ আইন অনুসারে নিজ চৌকির সুপরিন্টেণ্ডেণ্টের বিচারের ক্ষমতা পাইবেন।

মৌলবী আবদুলর্খা বালেশ্বর

বাবু জগমোহন রায় কটক

বাবু নরসিংহচন্দ্র দাস পুরি

বাবু কান্তিচন্দ্র চট্টোপাধ্যায় খুরদা পুরি।

১৭ই জুলাই—বীরভূমের সহকারী মাজিষ্ট্রেট ও কালেক্টর এচ এল হারিসন সাহেব ১৮৬০ অব্দের ৩২ আইনের ৩১ ধারানুসারে করের ক্ষমতা পাইবেন।

ডবলিউ ই ওয়াক্ সাহেব জাহানাবাদের সহকারী মাজিষ্ট্রেট ও কালেক্টর হইয়া দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

সি এ কেলি সাহেব বর্দ্ধমানের সহকারী মাজিষ্ট্রেট ও কালেক্টর হইয়া দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

১০ই জুলাই আর, এল মার্টিন সাহেব দক্ষিণ পূর্ব্ব বিভাগের বিদ্যালয় সমূহের দ্বিতীয় ইন্সপেক্টর হইবেন।

জে, ডি, মেডলিকট সাহেব দক্ষিণ পূর্ব্ব বিভাগের বিদ্যালয় সমূহের তৃতীয় ইন্সপেক্টর হইবেন এবং উড্রো সাহেবের বিদায় কালীন মধ্য বিভাগের ভার প্রাপ্ত হইবেন।

১৬ই—জুলাই এব আসিষ্টাণ্ট সর্জন অন্নদাচরণ খাস্তগির সদর দাতব্য চিকিৎসালয়ের ভার প্রাপ্ত হইবেন।

প্রেরিত।

মুন্সেফদিগের বেতন এত কম কেন?

শ্রীযুত সোমপ্রকাশসম্পাদক

মহাশয়েষু।

সাধারণ ও মহাশয়! বোধ হয় সকলেই স্বীকার করিবেন যে ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টরের অপেক্ষা মুন্সেফদিগের কর্ম্ম কঠিন ও সমধিক শ্রমদ না, কিন্তু কি কারণে শেষোক্ত পদের বেতন প্রথমেই ৬০০ শত টাকা ও শেষোক্ত পদের এক শত টাকা অবধারিত হইয়াছে, উহা নির্দ্দেশ করা আমার ন্যায় অল্পবুদ্ধি ব্যক্তির পক্ষে অতিদুষ্কর [illegible] তাহাতে কর্ত্তৃপক্ষীয়েরা ঐ প্রকার অন্যায় বিবেচনা করিয়াই ক্ষান্ত হয়েন না, অধিকাংশ মুন্সেফকে দশ আইনের বিধানমতে ডেপুটী কালেক্টরের এবং কোন কোন স্থানের মুন্সেফকে ডেপুটী মাজিষ্ট্রেটের ক্ষমতা দিয়া ঐ একশত টাকার লোকের দ্বারা উভয় পদের কর্ম্ম করাইয়া লইতেছেন। ইহারই বা কারণ কি, তাহাও বুঝিতে পারিতেছি না। অন্যের কথা অধিক কি কহিব, যাঁহারা কেবল তহসীলদারের কর্ম্ম করিবার নিমিত্ত নিযুক্ত হইয়াছে, এখনকোনমে তাহারাও দুই শত টাকা বেতন পাইয়া থাকে। এস্থলে এমন প্রশ্ন উপস্থিত হইতে পারে যে অধিক বেতন হওয়া যোগ্যতার কি পরিচায়ক নহে, যাহার দ্বারা গবর্ণমেণ্ট যে পরিমাণে কার্য্য পাইতেছেন, তাহাকে সেই পরিমাণে বেতন দিতেছেন। হাঁ! একথা বলা যাইত, যদি ছিলেন ও এখন ডিপার্টমেণ্টের কর্ম্ম উপরি উক্ত দেশের প্রকৃতির বেতন বিহারই স্পষ্ট প্রমাণ পাওয়া যাইতেছে, কিন্তু এস্থলে মনে পড়িয়া গেল যে আমাদের দুপরায়ণ রাজা পিতার অরূপ হইয়া কেবল তাঁর বিষয়ে বিমুগ্ধ হইয়া আপনার সন্তানদিগের মধ্যে কি অধিক ও অল্প উপার্জ্জনকারী পুত্রের পোষণ করিয়া তোষামোদে ইতর বিশেষ করেন? কিন্তু তাহাই বা কিপ্রকারে বিশ্বাস করি! অন্ততঃ যদি তাহাই প্রকৃত হয়, হতভাগা মুন্সেফেরা বেতন বিষয়ে এমত স্থিরাবস্থায় থাকিতে পারেন না, কারণ উপসংহার ধরিলেও ইষ্টাম্প ও ওকালতনামা ন্যূন কল্পে মাসিক তিনশত টাকা মুন্সেফিতে আদায় হইয়া থাকে।

২য়। গবর্ণমেণ্ট হতভাগ্য মুন্সেফ [illegible] এরূপ অন্যায় বিবেচনা করিয়াই ক্ষান্ত, যাঁহারাও যে দীর্ঘকাল পরিশ্রম করিয়া সদরআমীন পদাভিষিক্ত হইবেন, সে পথেও কাঁটা। আগে মুন্সেফদের সংখ্যানুসারে সদরআমীনের সংখ্যা তাহার দশাংশের একাংশ হইবেক। ইহাতে অনেক মুন্সেফ প্রৌঢ় বয়স্ক হইয়াও উচ্চপদ লাভ করিতে পারে না। বিবেচনায় যদি বল যে ব্যক্তি যে সেই উচ্চপদ লাভ করিতে পারিবেক, আবশ্যক এ কথা বলিয়া নিশ্চিন্ত হয় না। কারণ উচ্চপদ নাই অথচ যে আছে এমত স্থলে কে তাঁর অনুসন্ধান এবং করিলেই তার ফল কি? পক্ষান্তরে সবজজদিগের মধ্যে কাহাকেও কি এসিষ্টাণ্টী কর্ম্ম করিতে দেখিয়াছ অথবা সেই সকলের মধ্যে কাহাকে তৎপদে থাকিয়া পেন্সন করিয়া বাটী গমন করিতে দেখিয়াছ যদি তাহা না হইল, তবে এ হতভাগেরা কি বেতন ও পদবৃদ্ধি বিষয়ে সিবিল সর্ব্বান্তকরণ গবর্ণমেণ্ট শ্রেণীর ফল সম্বন্ধে পাইবেক না।

৩য়। ছোট আদালত সংক্রান্ত মুন্সেফ নিষ্পত্তির মোকদ্দমার জজ সাহেবের নিকট আপীল ভিন্ন আর আপীল নাই এবং মোকদ্দমাসম্বন্ধে মুন্সেফ করা প্রমাণ প্রভৃতি নিষ্পত্তি করিলে জজ সাহেব আপীল অগ্রাহ্য করিয়া নিষ্পত্তি [illegible]

নাই। এস্থলে বিবেচনা কর জজদের পরীক্ষার স্থল এক কালে রহিত করিদিগের উপরে অদ্বিতীয় ক্ষমতা দেওয়াতে কার্য্য হইয়াছে কি না? এমত অনেকে বলিতেছেন যে এতদ্দেশীয় ভাষা বুঝিতে না পারেন বা বাচাল উকীলদের বাক্‌চাতুরী পতিত হইয়া একে আর করিয়া বসেন, নিম্ন আদালতের নিষ্পত্তিকে রদ এবং ক অপ্রমাণ বলিলেই, সেই আদেশ চূড়ান্ত এমত ব্যবস্থাকরা ভাল হয় নাই। *

একান্ত বশম্বদ

সাং শান্তিপুর

পরমপূজনীয় শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয়েষু।

ব্রাহ্মধর্ম্ম সংক্রান্ত প্রথম ব্যবস্থা।

বৈশাখ মাসের তত্ত্ববোধিনী পত্রিকা অবগত হইলাম, ব্রাহ্ম ধর্ম্মের অনুষ্ঠানের প্রবৃত্ত হইবেক। যাঁহার মনে ব্রাহ্ম ধর্ম্মের বাসনা আছে, তিনি এই সমাচার শ্রবণ মাত্র পর নাই আহ্লাদিত হইবেন সন্দেহ কিন্তু মনে মনে একটী আশঙ্কা হইতেছে, [illegible] ব্রাহ্মগণের সম্মতি গ্রহণ না করি[illegible] কলিকাতার সমাজে দুই চারি জন [illegible] হইয়া ব্যবস্থা প্রস্তুত করেন, তাহা সমুদায় বিফল হইবেক; অতএব [illegible] করিতেছি যে কোন ব্রাহ্ম [illegible] প্রস্তাব করিবেন, তাহা তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশ করিতে [illegible] মাসের ব্রাহ্ম [illegible] সমাজ প্রতিনিধিদিগের সম্মতি পাইবার কাল [illegible] হইবে, নির্দিষ্ট সময় [illegible] প্রস্তাব লইয়া বিবেচনা করিবার [illegible] স্থির করিতে [illegible] এবং সেই [illegible] প্রস্তাব সকল [illegible] [illegible] ব্রাহ্মগণের সম্মতিতে [illegible] হইবে, তাহা হইলে [illegible] পাওয়া যাইবেক। [illegible] দুই [illegible] প্রাধান্য রাখিতে [illegible] পালন করিতে [illegible] অন্যান্য ব্রাহ্মগণকে [illegible] অধিকার না দিবারও [illegible] রাখা হইয়াছে। [illegible] অনুষ্ঠানে অক্ষম, তাঁহারা ব্যবস্থা-

পক সভার সভ্য হইতে পারিবেন না। যখন কি কি অনুষ্ঠান করিতে হইবেক তাহাই এপর্য্যন্ত স্থির না থাকাতেই তাহার ব্যবস্থা প্রস্তুত হইতেছে, তখন কে কৎ পাঠমে [illegible] কে সক্ষম কি প্রকারে জানা যাইতে পারে। যখন প্রধান আচার্য্য ও সভাপতি মহাশয় এবং আজিও [illegible] দেশে জাতিভেদ সূচক যজ্ঞোপবীত [illegible] করিতেছেন, তখন কাহাকে বা অনুষ্ঠানে অক্ষম বলিয়া [illegible] করা হইবেক। আমাদিগের প্রাধান্য স্থাপন বাসনা দোষ থাকাতেই অনেক কৃতবিদ্য [illegible] ব্যক্তি ব্রাহ্ম ধর্ম্মাবলম্বী হইয়াও কলিকাতার সমাজের অধীন হইতে [illegible] করেন না, এবং এই জন্য [illegible] যথার্থই [illegible] সমাজ [illegible] করিয়া থাকেন। মহাশয় [illegible] এই পর্য্যন্ত হইল, [illegible] প্রকাশ করিতে [illegible] করিবার বাসনা রহিল।

[illegible]

[illegible]

[illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয়েষু

মহাশয়! [illegible] ক্ষত্রপতি মাননীয় গবর্ণর শ্রীযুক্ত [illegible] বাহাদুরকে [illegible] করণের জন্য [illegible] টাকা সংগৃহীত হইয়াছে। শুনিলাম ঐ টাকা তাঁহার প্রতিমূর্ত্তি নির্ম্মাণে নিয়োজিত হইবে, কিন্তু ঐ টাকা যদি এতদ্দেশের একটি মঙ্গল কার্য্যে নিয়োজিত করা হয় এতদ্দেশের [illegible] লাভ হইতে [illegible]

কিছুদিন হইল সোমপ্রকাশে [illegible] ইংলণ্ড গমনের তিনটী প্রতিবন্ধক [illegible] হয়। তন্মধ্যে দ্বিতীয়টী [illegible] গমনে বিলক্ষণ অনুরাগ আছে কিন্তু অর্থসঙ্গতি [illegible] কৃতকার্য্য হইতে পারিতেছেন না [illegible] শোচনীয় ও দুঃখাবহ। যেসকল ব্যক্তি অর্থাভাবে ইংলণ্ড গমন বাসনা পূর্ণ করিতে পারিতেছেন না, তাঁহাদিগের অর্থ [illegible] উপায় করিয়া দিবার একটী অবসর উপস্থিত হইয়াছে। [illegible] যে টাকা সংগৃহীত হইয়াছে, এদেশীয়ের [illegible] আর কিছু কিছু চাঁদা দিন [illegible] সাহেবের স্মরণার্থ সংগৃহীত টাকা [illegible] একটী ফণ্ড স্থাপন করা হউক [illegible] ইংলণ্ড যাইবে [illegible] হইতে তাঁহাদের পাথেয় [illegible] সিবিলসর্বিস প্রভৃতি [illegible] দেওয়া হউক, [illegible] নিকট হইতে [illegible] তাঁহাদিগের নিকট [illegible]

[illegible] সেই টাকা [illegible] প্রত্যর্পণ করিবেন। এই [illegible] করিলে অর্থ সঙ্গতি বিষয়ে যাঁহাদিগের [illegible] গমন বাধা আছে, তাঁহাদিগের অধিক [illegible] না হউক, দুই তিনটীরও বাধা দূরীভূত হইবে [illegible] করিয়া অনেক গুণ হইবে [illegible]

[illegible] প্রতিমূর্ত্তি [illegible] যে সঙ্কল্প [illegible] হইয়াছে তাহার পরিবর্ত্তে [illegible] অনভিমত [illegible] তাহা হইলে আর একটী স্বতন্ত্র চাঁদা। [illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয় সমীপেষু।

গত [illegible] বঙ্গদর্পণের [illegible] কার সময় [illegible] হিতৈষিণী সভার [illegible] কোত্রাপাড়া [illegible] [illegible] উপস্থিত [illegible] সভার [illegible] শ্রীযুক্ত বাবু [illegible] প্রার্থনা [illegible] সভার [illegible] সমীপে প্রার্থনা [illegible] [illegible] সভার [illegible] বাক্তি [illegible] [illegible] এই [illegible]

[illegible]

[illegible] কলিকাতা।

সম্প্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু [illegible] উপাধ্যায় [illegible] টাকা [illegible] কার্ত্তিক পর্য্যন্ত [illegible]

[illegible] চুঁচুড়া

[illegible] আষাঢ় অবধি [illegible] টাকা পর্য্যন্ত [illegible]

" [illegible] বীরভূম

[illegible] পর্য্যন্ত [illegible]

" [illegible]

[illegible] পর্য্যন্ত [illegible]

" [illegible] গঙ্গোপাধ্যায় [illegible]

[illegible] অবধি [illegible] পর্য্যন্ত [illegible]

" [illegible] চন্দননগর

[illegible] অবধি কার্ত্তিক পর্য্যন্ত [illegible]

[illegible] পুস্তক [illegible] দক্ষিণ [illegible] গ্রামে শ্রীযুক্ত [illegible] বাড়িতে [illegible] আছে [illegible]।

ট্ মাজিষ্ট্রেটেরা অত্যাচার করিতেছেন, তখন মুসলমানদের কিছু না করা ভাল দেখায় না।

হিন্দু পেট্রিয়ট বলেন, ভারতবর্ষীয় রেল ওয়ে কোম্পানি জব্বলপুরের রেলওয়ের নিমিত্ত দুই কোটি টাকা কর্জ্জ করিতেছেন। প্রতি অংশ ২০০ টাকা নির্দ্ধারিত হইয়াছে। গবর্ণমেণ্ট শতকরা ৫, টাকা সুদ পুরাইয়া দিবেন অঙ্গীকার করিয়াছেন।

উক্ত পত্র শ্রবণ করিয়াছেন, ২৪ পরগণার প্রতিনিধি মাজিষ্ট্রেট ওয়ার্ড সাহেব তদ্দেশ্য প্রতিনিধি কালেক্টরের ও কার্য্যভার প্রাপ্ত হওয়াতে গবর্ণমেণ্টের নিকট একজন জাইণ্ট মাজিষ্ট্রেট চাহিয়াছিলেন কিন্তু গবর্ণমেণ্ট উত্তর দিয়াছেন যে তাঁহার অধীনে একজন অতি উপযুক্ত ডেপুটি মাজিষ্ট্রেট আছেন, তাঁহা দ্বারাই কর্ম্ম নির্ব্বাহ হইবেক। লেপ্টেনণ্ট গবর্ণর মৌলবি আবদুল লতিফকে লক্ষ্য করিয়া ঐ কথা কহিয়াছেন। আবদুল লতিফ এইরূপ উপযুক্ত লোকই বটেন।

উক্ত পত্র জেনিরহের ছোট আদালতের জজ নিজাম সাহেবের অবিচারের পুনরুল্লেখ করিয়াছেন। ঐ জজ আইনের বিপরীত কার্য্য করিয়া লোকের বাটীপ্রভৃতি স্থাবর বস্তু সকল বিক্রয় করিতেছেন। প্রায় একশত প্রজা কেবল যে গো মহিষ লাঙ্গল প্রভৃতি হইতে বঞ্চিত হইয়াছে এরূপ নহে তাহাদিগকে স্থান ত্যাগ করিতেও হইয়াছে। এই বিচারকের কার্য্যের প্রতি যদি গবর্ণমেণ্ট অবিলম্বে বিশেষ রূপে মনোযোগী না হন তাহা হইলে মহান অনর্থ ঘটিবে সন্দেহ নাই।

পরিদর্শকের এক জন পত্র প্রেরক কলিকাতার, বাহ্যাচারের লোকদিগের সুরাপান প্রভৃতি ও লাম্পট্য দোষের উল্লেখ করিয়া আক্ষেপ করিয়াছেন। তিনি বলেন রাজধানীর এ পল্লীতে সচ্চরিত্র ও কৃতবিদ্য লোক প্রায় পাওয়া যায় না। কৃতবিদ্য নব্য সচ্চরিত্র লোক রাজধানীতে ক্রমশঃ বিরল হইয়া আসিতেছেন।

পাঠকগণের স্মরণ থাকিতে পারে লেপ্টেনেণ্ট জাকসন নামে যেব্যক্তি আপন খানসামাকে চোর সন্দেহ করিয়া গাছে বাঁধিয়া এবং এক অপর ভৃত্য দ্বারা গুরুতর প্রহার করিয়াছিলেন, কোর্ট মারসলে তাঁহার বিচার হইবে। কোর্ট মারসলে বিচারের অন্তর্ভুক্ত হওয়াতে দুটি লাভ হইবে। এক, অপরাধিকে সুপ্রিম কোর্টে আনিতে গবর্ণমেণ্টের অনেক ব্যয় হইত তাহা বাঁচিবে। দ্বিতীয়, কসাইটোলার মহোদয়েরা সেখানে যাইতে পারিবেন না।

ফিনিক্স কহেন, আটর্ণিক উইলসন সাহেব কলিকাতা পুলিসে কেগান সাহেবের প্রতিনিধি হইবেন এবং টুলনর সাহেবের অনুপস্থিতি কাল পর্য্যন্ত কেগান সাহেব ছোট আদালতে তাঁহার কার্য্য নির্ব্বাহ করিবেন।

লাহোর ক্রনিকেল সম্পাদক কহেন, করাচি নগর দোস্তমহম্মদের হস্তে পতিত হইয়াছে।

উক্ত সম্পাদক আরো কহেন, পেসোয়ারে ওলাউঠার প্রাদুর্ভাব হইয়াছে, ইউরোপীয় সেনাদিগকে ইতস্ততঃ প্রেরণ করা হইয়াছে।

আর্ম্মি গেজেট সম্পাদক কহেন, রেইল ওয়ের গাড়িতে এক জন আফিসর এক জন স্ত্রীলোককে অপমান করিয়াছে বলিয়া যে জনরব উঠিয়াছিল তাহা মিথ্যা। এক জন গার্ড এই কর্ম্ম করিয়াছিল তাহার শাস্তি হইয়াছে। যিনি এমন সচ্চরিত্র ব্যক্তিকে বাছনী করিয়া গার্ডের পদ দিয়াছিলেন, তাঁহাকে ধন্যবাদ দিতে হয়।

ডিক্সন নামে এক ব্যক্তি আর এক ব্যক্তিকে এক ইষ্টকখণ্ড চক্ষে আঘাত করিয়াছিল বলিয়া তাহার পুলিসে দুই টাকা জরিমানা হইয়াছে। চক্ষের মূল্য কি দুই টাকার অধিক নয়?

১৪ই শ্রাবণ মঙ্গলবার।

উত্তর পশ্চিমের সংবাদপত্রে প্রকাশ হইয়াছে স্ট্রটফেড নামে এক জন ইউরোপীয় রাওলাণ্ডের উকীল হইয়াছেন। অনেকে তাঁহার উকীল হইতে চাহেন নাই, স্ট্রটফোর্ড উকীল হওয়াতে শ্রীবৃদ্ধিকারী দলের কেহ কেহ তাঁহার উপর কুপিত হইয়াছেন। আত্মপক্ষ রক্ষার যতপ্রকার উপায় আছে, অপরাধী ব্যক্তিকে বিচার কালে সে সকল হইতে বঞ্চিত করা বিধেয় নয়, এ নিয়মটী আমাদিগের শ্রীবৃদ্ধিকারীরা জানেন [illegible]

আলাহাবাদ গেজেট বলেন, [illegible] সাহেব অদ্যাপিও জীবিত আছেন [illegible] ভূটানে অবস্থিতি করিতেছেন। [illegible] সাহেব " লামা " পাইয়াছেন [illegible]

ফিনিক্স বলেন, উড়িষ্যার [illegible] দুই রাজা বিবাদ করাতে তথায় গোলযোগ উপস্থিত হইয়াছে। ৪০ পদাতি এক [illegible] সেনাদল তথায় প্রেরিত হইয়াছে। এই [illegible] ক্ষুদ্র যুদ্ধে নিরন্তর ব্যয় হইতে লাগিল। কোন্ ব্যক্তি এত ব্যয় চিরকাল দিয়া উঠিবেন। ভারতবর্ষের ধনাগার কি অক্ষয়?

বোম্বাইয়ের ব্যবস্থাপক সভা এই প্রস্তাব করিয়াছেন যে ব্যক্তির প্রতি কঠিন পরিশ্রমসহ কারাবাসের আদেশ হইবে তাহাকে দৃঢ়তর রূপে লৌহশৃঙ্খলে বদ্ধ রাখিতে হইবে, একরূপ নিয়ম করা ন্যায়ানুগত নয় শৃঙ্খলে বদ্ধ রাখা আর না রাখার ভার মাজিষ্ট্রেটদিগের উপরে দেওয়াই কর্ত্তব্য। তাঁহারা বিবেচনা করিয়া যাহাকে অধিক অপরাধী বোধ করিবেন তাহাকে শৃঙ্খলে বদ্ধ রাখিবেন।

টাইম্‌স অব ইণ্ডিয়া বলেন ত্রিবাঙ্কুড়ের রাজার জ্যোতির্ব্বেত্তা জন আলান ব্রাউন সাহেব ইংলণ্ডীয় রয়াল সোসাইটি হইতে কিবের মেডাল পাইয়াছেন। কিব [illegible] বিখ্যাত জ্যোতির্ব্বেত্তাদিগের পুরস্কারার্থ এক কপ রাখিয়া যান। ব্রাউন সাহেব একটা নূতন আবিষ্ক্রিয়া করাতে এই মেডাল পাইয়াছেন। ত্রিবাঙ্কুড়ের রাজার জ্যোতির্বিদ্যায় সবিশেষ অনুরাগ আছে।

হুইটেক্ ওয়েল নামক এক জন কয়েদী হরিণবাড়ী হইতে পলায়ন করে, উইলিয়ম ট্রুকলো তাহাকে লুকাইয়া রাখে, তাহারা উভয়ে প্রধানতম বিচারালয়ের সেসিয়নে সমর্পিত হইয়াছে। এইনিমিত্ত আমাদিগের শাস্ত্রকারেরা পাপীর সংসর্গ করিতে নিষেধ করিয়াছেন।

ঢাকা নিউস বলেন, ২৩এ জুলাই দুর্বৃত্ত হত্যাকারী হিদি বাপ্পীর জাহাজে কলিকাতায় প্রেরিত হইয়াছে। ঢাকা নিউস "হতভাগ্য বিদ্রি হিদি" এইরূপ লিখিয়া তাহার সম্মান রক্ষা করিয়াছেন। শ্রীবৃদ্ধিকারীর দল

...ক্ষা করা কর্ত্তব্য, সন্দেহ কি? কিন্তু ঢাকা নিউস ...র্গের গরুর লেজ ধরিয়া স্বর্গে যাইতে চা...হিতেছেন না ত? ৯৯

উক্ত পত্র আরো বলেন তত্রত্য জজ আ...বর ক্রফি সাহেব সম্প্রতি একদিন হঠাৎ সদর আলার বিচারালয় দর্শন করিতে যান। কাজ ...ইউক না হউক জজের যে এমন সুমতি, ইহা ও আহ্লাদের বিষয়।

১৫ই শ্রাবণ বুধবার।

যশোহরের অন্তঃপাতী রাড়ুলি হইতে এক ব্যক্তি আমাদিগের নিকটে লিখিয়া পাঠাইয়াছেন, ঐ গ্রামবাসী জমীদার শ্রীযুক্ত বাবু হরিশ্চন্দ্র রায় চৌধুরী তথায় একটী বালিকা বিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠিত করিয়াছেন। আমরা জানি যে যে কার্য্য দ্বারা স্বগ্রামের সবিশেষ উন্নতি হয়, সেই সেই কার্য্যে হরিশ বাবুর বিলক্ষণ যত্ন ও অনুরাগ আছে।

বঙ্গদেশের বিদ্যালয় সংক্রান্ত কয়েকখানি পত্র আমাদিগের হস্তগত হইয়াছে। স্থানের অল্পতা প্রযুক্ত সেগুলি প্রচারিত করিতে পারিলাম না। সেই সকল পত্র পাঠ করিয়া তাৎপর্য্য পর্য্যালোচনা করিলে ইনস্পেক্টর ও ডেপুটী ইনস্পেক্টরেরা তত্ত্বাবধান বিষয়ে নিতান্ত অনাদর, ইহাই স্পষ্ট প্রতীয়মান হয়। শিক্ষকেরা বিদ্যালয়ে স্বেচ্ছামত ব্যবহার করেন। পাঠেরও নিয়ম নাই, সময়েরও নিয়ম নাই। তত্ত্বাবধান না থাকিলে এরূপ হওয়া অসম্ভাবিত নহে। অল্প বেতন পান বলিয়া কি ইনস্পেক্টর ও ডেপুটী ইনস্পেক্টরদিগের কাজে গা লাগে না?

আমরা একখানি পত্র পাইয়াছি, তৎপাঠে জানা গেল, হাবড়া জিলার অন্তঃপাতী বহুহাটি প্রভৃতি কয়েকটী গ্রামে সর্পাঘাতে নয় ব্যক্তির প্রাণ বিয়োগ হইয়াছে। পল্লী গ্রামের রাস্তা ঘাট জঙ্গলময় বলিয়াই গ্রীষ্ম ও বর্ষাকালে সর্প ভয় হয়। গ্রামস্থ লোকেরা চাঁদা করিয়া যদি রাস্তা ঘাট পরিষ্কার রাখেন অকালে কালহস্তে পতিত হইতে হয় না।"

এত দিনের পর ভারতবর্ষীয় যুদ্ধ জাহাজের সংখ্যা কমান হইতেছে। বোম্বাই গবর্ণমেণ্ট সম্প্রতি অনেক জাহাজ বিক্রয় করিবার আজ্ঞা দিয়াছেন। আপাততঃ ইহার দ্বারা ব্যয় সংক্ষেপ হইবে সন্দেহ নাই। কিন্তু আমরা দিবা চক্ষে দেখিতেছি ইংলণ্ডস্থিত ভারতবর্ষীয় সেনাদলের ন্যায় যে সে রূপে থাকিয়াই কয়েক খানি রাজকীয় জাহাজ ভারতবর্ষের ধনাগার হইতে ব্যয় লইবে।

আমাদিগের পুলিশের কি কখনই উন্নতি হইবে না? পোষ্ট মাষ্টার জেনরল প্রকাশ করিয়াছেন বোম্বাই প্রেসিডেন্সির ডক ও নগর নামক স্থানের মধ্যে তত্রত্য ডাক লুট হইয়াছে।

নিউ জিলাণ্ড হইতে সংবাদ আসিয়াছে ওটেগোর স্বর্ণ খনির কাজ শীতাধিক্য প্রযুক্ত এ সময়ে ও দিগে শীতের প্রাদুর্ভাব হওয়াতে বন্ধ হইয়াছে। তত্রত্য আদিম নিবাসী দুই জাতি ভূমি লইয়া যুদ্ধ করিতেছে। সম্ভবতঃ এরূপ সম্ভাবনা আছে, তত্রত্য শাসন কর্ত্তা ইহার মীমাংসা করিয়া দিবেন। যে সে প্রকারে হউক নিউ জিলাণ্ডের আদিম নিবাসীদিগের লোপের কাল আসিয়াছে।

মান্দ্রাজ টাইমস বলেন সম্প্রতি কয়েকজন দুষ্ট ব্যক্তি কইম্বাতুর ষ্টেসনের নিকটে রেইলওয়ের উপর লৌহ প্রভৃতি রাখিয়া আরোহীদিগের প্রাণ নাশের চেষ্টা পাইয়াছিল কিন্তু সৌভাগ্য ক্রমে কোন বিপদ ঘটনা হয় নাই। মধ্যে মধ্যে এই রূপ শুনা যাইতেছে, রেলওয়ে কোম্পানি দুরাত্মাদিগকে ধরিয়া গুরু দণ্ড বিধান করিয়া তাহাদিগকে অপর দুষ্টের ভয়ের কারণ করিতেছেন না কেন?

ফরাসীরা কোচিনচীনে ক্রমশঃ প্রবল হইতেছেন। আনামের রাজা উহাদিগের সহিত সন্ধি করিয়া প্রতিজ্ঞা করিয়াছেন ফরাসী গবর্ণমেণ্টের সম্মতি ব্যতিরেকে তিনি কোন বিদেশীয় গবর্ণমেণ্টের সহিত কোন প্রকার সন্ধি বা সম্বন্ধ করিবেন না। ভারতবর্ষীয় রাজারা হেষ্টিংস ও লার্ড ওয়েলেস্লির এই রূপ কৌশলে পতিত হইয়া সামান্য জমীদারের ন্যায় হইয়াছেন।

আমাদিগের পাঠকবর্গ লর্ড সাহেবের বিলাত যাত্রার কথাই শুনিয়াছিলেন। তাহার পর তাহার আর কোন কথা শুনেন নাই। তিনি সম্প্রতি একজিবিসনের এক সভায় উপস্থিত হইয়া যথোচিত সম্মান লাভ করিয়াছেন। ইংলণ্ডীয় প্রধান২ ব্যক্তি স্পষ্টাক্ষরে স্বীকার করিয়াছেন, তাঁহার অভাব [illegible] হইয়াছে... এক জন সম্ভ্রান্ত ব্যক্তি এই প্রস্তাব করিয়াছেন যে ভারতবর্ষে লার্ড ক্যানিঙ্গের প্রণীত অনেক... নিষ্কাশারীর দণ্ড ঘটিত আইন প্রচলিত ... লং সাহেব শীঘ্র নীলঘটিত এক পুস্তক প্রকাশ করিবেন। নীলকরেরা যখন এক জন মহানুভব পাদ্রিকে কষ্ট দিয়াছেন, তখন ... উঁহাদিগের দুর্ভাগ্যের বীজ বপন করা হইয়াছে।

... দেশে নিয়ম আছে, কোন ব্যক্তি মৃত ... স্ত্রীর ভগিনীর পাণি গ্রহণ করিতে পারেন না। ... ভারতবর্ষে ইংরাজদিগের উপর এই আইন ... না বিবেচনা করিয়া এক জন আকিস... এই প্রস্তাব [illegible] কলিকাতার বিশপ ... দিয়াছেন ভবিষ্যতে কেহ এই ... বিবাহ না করেন। যখন [illegible] ... কন্যাকে বিবাহ করা অনুমোদিত হইতেছে তখন মৃত পত্নীর ভগিনীকে বিবাহ করিবার নিষেধ করা ভ্রমের সন্দেহ নাই।

[illegible] ব্রিগেডিয়ার [illegible] ... এক স্ত্রীলোকের প্রতি কুৎসিত ব্যবহার ... ছিলেন বলিয়া, তাহাকে [illegible] ... করিতে হইয়াছে।

[illegible] গেজেট বলেন [illegible] ... সাক্ষ্য [illegible] হইয়া এক জন ইংরাজে... বাটীতে উৎপাত করাতে উক্ত ইংরাজ তাহা... [illegible] করিয়াছে। [illegible] ... আছে। সে এক মত্ত ব্যক্তি সুরাপান করিয়া তাহার [illegible] প্রাণ বধ করিবার চেষ্টা করাতে ভৃত্য তাহাকে বধ করিয়াছে। বিচারে [illegible] যাইবে।

১৬ই শ্রাবণ বৃহস্পতি বার।

বোম্বাই গবর্ণমেণ্ট ... [illegible] ... নিয়া। বন্দোবস্তের জন্য তত্রত্য ব্যবস্থাপক ... একবিল অর্পণ করিয়াছেন। কিন্তু অনেক লোক ইনাম কমিসনের প্রস্তাবের প্রতি... হইয়াছেন।

লার্ড কোলভার্ণ সভা বারিষ্টরের নিক... গবর্ণমেণ্ট জিজ্ঞাসা করিয়াছেন, গবর্ণমেণ্ট পতিত ভূমি বিক্রয় করিবার আশা দি... ক্রয়িগের জন্য আগামী টাকা লইয়া তা... ফিরাইয়া দিতেছেন। এরূপ স্থলে টাকা না ... ইয়া গবর্ণমেণ্টের নামে প্রতিজ্ঞা ভঙ্গের না...

করা যায় কিনা? হাঁ যায়, জীরবিকারীদি র নিলাম অধ্যের শূন্য আইনের অনুক্ত রা, পুলিশের প্রকরণ অনুসারে লাভ এল ন ও সর চারলস উডের ছয় মাস ফাঁশী হইতে পারে।

বোম্বাইয়ে ইব্রাহিম নামক এক মুসল ন আপন উপপত্নীর পুরুষান্তরে আসক্তি অনুমান করিয়া তাহাকে ও তাহার দাসীকে হত্যা করে। তাহার ফাঁশী হইয়াছে।

টাইমস অব ইণ্ডিয়া বলেন, সিংহল উপস্থিত ত্রিঙ্কমলী নগরের সম্মুখে আবা নামক যে জাহাজ ইতিপূর্বে জলমগ্ন হয়, ডুবরি দ্বারা তাহা হইতে ২৮০০০ টাকার দ্রব্য উঠান হইয়াছে। আরও অধিক টাকা উঠিবার স- ম্ভাবনা আছে।

কলিকাতায় পুনর্ব্বার নন্দকিশোর সেনা প- হাদান দিয়ে ডালহৌসি সভায় এক প্র- স্তাব হইয়াছিল লার্ড এলগিনের প্রতিমূর্ত্তি স্থাপনের ইচ্ছা আছে। সংস্থাপকদিগের ঐখনও সাহস ও অধ্যবসায় ছিল এখনও তা হাই আছে।

বোম্বাই গেজেট বলেন, সত্য প্রকাশের সম্পাদক করসন দাস মুলজীর উৎসাহ বর্দ্ধ নার্থে বোম্বাইবাসী সর আলেকজণ্ডার গ্রাণ্ট প্রভৃতি এক সভা করেন। বল্লভাদিগের অ- ত্যাচার প্রকাশের মোকদ্দমায় জয় ও মহা- রাজ যদুনাথ জীর নিজয় দিগে প্রসঙ্গ করি য়া আনন্দ প্রকাশ করিয়াছেন। এ বিষয়ে বোম্বাই বাঙ্গালা দেশ অপেক্ষা বড় হইল।

বোম্বাই প্রেসিডেন্সির তৃতীয় শ্রেণির শকটে একটের আরোহী দলের অধিক অ- ধিক লইয়া অনেক লোক দুর্যোগ হইয়া গিয়াছে। রেলওয়ে কোম্পানি প্রতি শকটে ৫০ জনের অধিক উঠিতে দিবেন না স্থির করিয়াছেন। আরোহীদিগের সংখ্যা নির্দিষ্ট করা নিতান্ত আবশ্যক। কিন্তু এখানকার রেলওয়ের অধ্য- ক্ষেরা আরোহীর সুবিধা বুঝেন না।

ইংলিসম্যান শ্রবণ করিয়াছেন, রাজা দিন কর রাও ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট ও সাধার- ণ বিশেষ সম্মান করাতে লোকদিগের প্রতি কিঞ্চিৎ অসন্তুষ্ট হইয়াছেন। মহারাজা দিনকর রাও কি এত নির্ব্বোধ যে গুণের যথোচিত পুরস্কার দেখিয়া অসন্তুষ্ট হইবেন?

সার্ডজানিক বিংশতি লক্ষ টাকার সম্পত্তি রাখিয়া গিয়াছেন। এই সমুদায় সম্পত্তি তাঁহার দ্বিতীয় ভাগিনেয় পাইবেন।

বোম্বাইয়ের লোকেরা সর জেমস আউট্রামকে যে এক স্বর্ণ ঢাল দিয়াছেন, তাহা তাঁহাকে দেওয়া হইয়াছে। ডিউক অব আর্গিল এক সভায় তাঁহাকে ইহা প্রদান করেন। সর জেমস আউট্রাম অদ্যাপিও দুর্ব্বল আ- ছেন।

পারস্য দেশের মধ্য দিয়া ভারতবর্ষে টেলিগ্রাফ করিবার যে প্রস্তাব হয়, তদ্বিষয়ে তত্রত্য রাজা অসম্মত হইয়াছেন। নসিরুদ্দিন নিজে টেলিগ্রাফ করিবেন সঙ্কল্প করিয়াছেন।

সিকিমের রাজা ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের নিকট দারজিলিঙের দরস্বরূপ প্রতি বৎসর ৬০০০ টাকা প্রাপ্ত হইতেন। গত যুদ্ধে তাঁহার এই কর বন্ধ করা হয়। এক্ষণে তাঁহার আবেদন অনু- সারে সর চারলস উড তাঁহাকে এই টাকা পুনর্ব্বার দিবার আজ্ঞা দিয়াছেন। এতদ্দেশীয় রাজা ও জমীদারদিগকে নিজ নিজ প্রাপ্য স্বত্ব হইতে বঞ্চিত করিয়া ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট- কে সকলের বিদ্বেষভাজন করা সর চারলস উডের অভিপ্রেত নহে। এই নিমিত্তই তাঁহার দেশবাসীদিগের তাঁহার উপরে যত আক্রোশ।

ইংলিসম্যান গত কল্য টেলিগ্রাফে সংবাদ প্রাপ্ত হইয়াছেন রাওসাহেবের দুটী বিষয়ে দোষ সপ্রমাণ হওয়াতে তাঁহার ফাঁশি হইবার আজ্ঞা হইয়াছে।

১৭ই শ্রাবণ মঙ্গলবার।

ইংলিসম্যান সম্পাদক লিখিয়াছেন পাতিয়ালার রাজা কলিকাতা হইতে আপন দেশে প্রতিগমন কালীন এক মনুষ্যকে বলিয়া- ছেন যে এখানকার সভা কেবল নাম মাত্র, ঔদ্ধত্যে পরিপূর্ণ, এতদ্দেশীয়দিগকে অবমাননা করিবার নিমিত্ত ঐ সভার উদ্দেশ্য, ও এবারের গবর্ণর ইহা দেখিয়া লণ্ডনের কমিসনর কে ইহার যাথার্থ্য অনুসন্ধান করিতে কহেন। ঐ কর্ম্মচারী পাতিয়ালার রাজার এক উকিল দ্বারা ঐ কথা জিজ্ঞাসা করিয়া পাঠান। রাজা ঐ শ্রবণ করিয়া চমৎকৃত হইয়া এই উত্তর দেন যে তিনি এরূপ কথা কখন কহেন নাই, এরূপ ভাবও তাঁহার মনে উদয় হয় নাই। তাঁহার মনে যা হউক, ইংলিস- ম্যানের মনে হইয়াছে। এই সকল অনর্থের সম্পাদকই পরিণামে ভারতবর্ষে ইংরাজ রাজ্য লোপের কারণ হইবেন সন্দেহ নাই।

ফ্রিনিক্সের মাল্টাদের সংবাদ দাতা ক হেন, লেপ্টনেণ্ট গবর্ণর ২৩এ উক্ত স্থানে উপ স্থিত হইয়াছেন। প্রধান প্রধান লোকেরা তাঁহার জাহাজ মধ্যে আসিয়া সাক্ষাৎ করি- তেছেন। লেপ্টনেণ্ট গবর্ণর কিছু কাজ করিতে পারিবেন ত? না কেবল গবর্ণমেণ্টের ব্যয় করান সার হইবে?

উক্ত পত্র আরো কহেন যে ভাগলপুরে এক খানি নৌকা ৭০ জনেরও অধিক লো- কের সহিত জলমগ্ন হইয়াছে। কাহারো প্রাণ রক্ষা হয় নাই। ভয়ঙ্কর দুর্ঘটনা। এত লোক লইতে দেওয়া হয় কেন?

পুনা অব জরবর কহেন বোম্বাইয়ে ফুলি- স্তান নামে এক স্থানে এক ব্যক্তি বিছুর দং- শনে প্রাণ ত্যাগ করিয়াছে। বিছুটি দীর্ঘে দুই ইঞ্চ ও প্রস্থে দেড় ইঞ্চ। ১৪ ঘটিকা পর্য্যন্ত যন্ত্রণা ছিল। ঐ সময়ের মধ্যে ঐ ব্য- ক্তির মৃত্যু হয়। অনেকে কহিতেছে, ঐ বি- ছুটিকে সর্পে দংশন করিয়াছিল। উত্তর প- শ্চিম প্রদেশে বিছুর উপদ্রব অত্যন্ত অ- ধিক।

লক্ষ্ণৌনগরের ব্যাঙ্কে এক জন ইউরোপীয় জাল ডাপি চালাইবার চেষ্টা পাইয়াছিল। কিন্তু ব্যাঙ্ক তাঁহাকে ধরিয়া পুলিসে অর্পণ করেন নাই। তত্রত্য গবর্ণমেণ্ট কর্ম্মচারিরাও ইহাতে চক্ষু মুদিয়া আছেন। এতদ্দেশীয় হই- লে অযোধ্যা গেজেট ধন ধন হুঙ্কার ছাড়ি- তেন।

গ্রাহকগণের উৎসাহ দান বিরহে সজ্জন রঞ্জন পত্রিকা উঠিয়া যাইবার উপক্রম হই- য়াছে। ঐ পত্রিকা বুঝি গ্রাহকগণের নিকটে উপলাচিকা হইয়াছিলেন?

৯৮

১৮ই শ্রাবণ শনিবার।

আমরা অতিশয় দুঃখিত হইয়া লিখিতে ছি, গত কল্য বাবু রমাপ্রসাদ রায় প্রাণত্যাগ করিয়াছেন। বৃহস্পতিবার ডাক্তর ওয়েব তাঁহার জীবন রক্ষা বিষয়ে হতাশ হইয়া তাঁহা- কে পরকাল চিন্তা করিতে বলেন। তৎকালে হ্যারিংটন সাহেব প্রভৃতি অনেক সম্ভ্রান্ত

লোক তথায় উপস্থিত ছিলেন। বাবু দিগম্বর মিত্র ও রমাপ্রসাদ বাবুর স্ত্রী উঁহার বক্তৃতার প্রতি হইয়াছেন। উঁহার দুটীপুত্র আছে। বঙ্গদেশ একটী উপযুক্ত পুত্র হারা হইলেন।

সংবাদ আসিয়াছে লেং সাহেবের প্রদত্ত আয় ব্যয় হিসাবে যথার্থই [illegible] টাকার ন্যূন হইয়াছে। চীনদেশীয় যুদ্ধের ব্যয় ও রেইলওয়ে সংক্রান্ত ক্ষতিতে এই টাকা কম হইতেছে। চীন দেশীয় যুদ্ধের ব্যয় না ইংলণ্ডীয় গবর্ণমেন্ট দিবেন?

বিহারিলাল দত্ত নামে ষ্টাম্প আফিসের এক জন কেরাণী নম্বর বদলাইয়া গোপনে ষ্টাম্প বিক্রয় করিত। সে সম্প্রতি ধৃত হইয়াছে। তাহার বাটী হইতে কয়েক খানি ষ্টাম্প বাহির হইয়াছে।

আমরা শুনিলাম গবর্ণর জেনরল অক্টোবর মাস পর্য্যন্ত উত্তর পশ্চিমাঞ্চলে গমন করিবেন। তিনি দুই বৎসর তথায় অবস্থিতি করিবেন। আগরায় তাঁহার বাসস্থান করা হইতেছে। ভারতবর্ষ পরিত্যাগের অব্যবহিত পরেই লার্ড ডালহাউসি ও লার্ড কানিঙের মৃত্যু হওয়াতে লার্ড এলগিনের কলিকাতায় থাকিতে কি সাহস হইতেছে না?

নিম্ন লিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ বিক্রীত হইতেছে।

৯ টাকার সিক্কা ...	৯১—৯১৷০
৪ টাকার কোম্পানির	৯২৸০ — ৯২৷৶০
টাকার ঐ	১০৪৷৶— ১০৪৸০
,৫॥০ টাকার ঐ	১১২—১১২৷০

ভারতবর্ষের নিমিত্ত আর [illegible] কোটি টাকা কর্জ করা হইবে অতএব কাগজের দরের নরম হইবার সম্ভাবনা।

—

৩রা জুলাই পর্য্যন্তের ইউরোপীয় সমাচার

১লা জুলাই ইংলণ্ডেশ্বরীর [illegible] কন্যার [illegible] রাজকুমার লুইস সহিত বিবাহ কার্য্য সম্পন্ন হইয়াছে।

রিচমণ্ডে দক্ষিণাংশের সেনাপতি [illegible] সৈন্য সমেত আক্রমণ করিয়া অনেককে হত করিয়াছে, তাহারা পুনর্ব্বার অধিক [illegible] পাইয়াছে।

[illegible] সেনাপতি [illegible] সেনাদিগকে আক্রমণ করিয়াছেন, তাঁহার সেনাদল প্রথমে সোনাপতি [illegible] বিপক্ষদিগের দুর্গের [illegible] করিয়াছে।

এতাদৃশ অবস্থায় যে উত্তরাংশের যুদ্ধ কার্য্যের অধ্যক্ষ তত্রত্য গবর্ণমেণ্টের নিকট অধিক সৈন্যের জন্য লিখিবেন।

পশ্চিমাংশে গবর্ণমেণ্টের সেনা [illegible] যুদ্ধে বিরত হইয়া মেমফিস ও করিন্থ [illegible] উভয় স্থানে অবস্থিতি করিতেছে। [illegible] ৮০০০০ সৈন্য সহ মিসিসিপীতে আছেন।

ইউনাইটেড্‌ষ্টেটসের সাধারণ [illegible] তে বাণিজ্য উঠাইয়া দিবার [illegible] এবং নিগ্রোদিগকে দাসত্বশৃঙ্খল হইতে [illegible] করিবার আজ্ঞা হইয়াছে।

রুসিয়ার গবর্ণমেণ্ট [illegible] পোলণ্ডের [illegible] রাজ্য [illegible] হইয়াছে। [illegible] পরাজিত হইয়াছে, [illegible] প্রায় এইরূপ ভাব প্রকাশ হইতেছে।

রুসিয়ার অবস্থা [illegible] হইয়া আসিতেছে। গ্রামে গ্রামে [illegible] হইতেছে [illegible] নগরের [illegible] হইতেছে [illegible]।

ইংলণ্ডীয় মহাসভার এক দিন [illegible] ইতালি [illegible] ক্রান্স [illegible] হইয়াছে।

ভারতবর্ষীয় [illegible] রাজকার্য্যে [illegible]।

[illegible] যুদ্ধ [illegible] হইয়াছে।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেফ্টেনেণ্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ

৮ই জুলাই—এ. মণিসাহেব, [illegible] কমিশনর হইবেন, কিন্তু যতদিন কোন আজ্ঞা না হয় [illegible] ও [illegible] পরগণার কমিশনর হই

নিমক চৌকির প্রতিনিধি [illegible] মহেশচন্দ্র এচ. বি. [illegible] সাহেব [illegible] ভার প্রাপ্ত হইবেন।

ই. জাকসন সাহেবের নদীয়ার সিবিল ও সেসন জজ হইবেন, কিন্তু যতদিন [illegible] আজ্ঞা না হয় ততদিন তাঁহার এক্ষণকার [illegible] নিযুক্ত থাকিবেন।

এ. এ. সুইন্টন সাহেব ত্রিপুরার সিবিল ও সেসিয়ন জজ হইবেন।

ডবলিউ. বি. বকল যিনি এক্ষণে [illegible] উঠিয়াছেন বাকর গঞ্জের সিবিল ও সেসিয়ন জজ হইবেন।

[illegible] নিমকের এজেণ্ট [illegible] নিমক এজেণ্ট হইবেন

জে. [illegible] সাহেব নদীয়ার [illegible] মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন, কিন্তু [illegible] অন্য কোন আজ্ঞা না হয় [illegible] কমিসনের সেক্রেটারির পদে থাকিবেন।

মেদিনীপুরের মাজিষ্ট্রেট ও কালেক্টর [illegible] জে. মেকঞ্জি সাহেব তথায় প্রথম শ্রেণির [illegible] মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

[illegible] প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালে[illegible] জি. এল. [illegible] সাহেব উক্ত জেলায় [illegible] শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

[illegible] প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কা[illegible] [illegible] সাহেব উক্ত জেলার মা[illegible]ষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

বাঁকুড়ার প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালে[illegible] ডবলিউ. এস. [illegible] সাহেব উক্ত জেলার [illegible] শ্রেণির মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

[illegible] সাহেব [illegible] মাজি[illegible] ও কালেক্টর হইবেন। কিন্তু যতদিন অন্য আ[illegible] না হয় পাটনার প্রতিনিধি সিবিল ও সে[illegible] জজের কার্য্য করিবেন।

[illegible] সাহেব বর্দ্ধমানের [illegible] মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন। [illegible] যতদিন অন্য কোন আজ্ঞা না হয় বীরভূমের [illegible] প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টরের কার্য্য ক[illegible]বেন।

জি. এল. [illegible] সাহেব দ্বিতীয় শ্রে[illegible] মাজিষ্ট্রেট ও ডেপুটি কালে[illegible] হইবেন।

এ. [illegible] সাহেব দ্বিতীয় শ্রেণি[illegible] মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবে[illegible]

[illegible] সাহেব [illegible] গবর্ণমেণ্টে[illegible] সেক্রেটারি হইবেন। কিন্তু [illegible] প্রতিনিধি [illegible] কার্য্য করিবেন।

[illegible] প্রতিনিধি [illegible] প্রাপ্ত হইবেন।

[illegible] ১৮৬০ [illegible] আইন অনুসারে কালেক্টর [illegible] হইবে।

৯ই জুলাই—[illegible] ১৮৬০ [illegible] আইন অনুসারে কমি[illegible] বিশেষ [illegible] হইবেন।

[illegible] মেদিনীপুরের [illegible] এক জন [illegible] হইবেন

[illegible] ১৮ [illegible] আইন [illegible] ১৮ [illegible] অনুসারে [illegible] ক্ষমতা [illegible]।

[illegible] প্রতিনিধি মাজিষ্ট্রেট [illegible]।

[illegible] ডেপুটি মাজিষ্ট্রেট [illegible]।

[illegible] মাজিষ্ট্রেট [illegible] সাহেব।

[illegible] ও ডেপুটি কালে[illegible] বাবু [illegible] উক্ত জেলায় ১০৩৩ [illegible] ৯ [illegible] অনুসারে ডেপুটি কালেক্টর হইবে[illegible]

২০এ জুন—[illegible] ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু [illegible]

[illegible] উক্ত জেলার মাজিষ্ট্রেটের ক্ষমতা পাই-[illegible]।

১৩ [illegible] জুলাই—ছোট নাগপুরের সহকারী [illegible] [illegible] এ পি. এম. মলিক পালামৌ [illegible] ভার প্রাপ্ত হইবেন।

ছোট নাগপুরের সহকারী কমিসনর লে-[illegible] টি. আর. ডি মনি লোহারডাঙ্গা বিভাগে [illegible] করিবেন।

১৬ই জুলাই—মার এস. মিল বারাকপুরের [illegible] কাপ্টেন মেট জাইন্ট মাজিষ্ট্রেট ও [illegible] সুপর্ণ টেণ্ডেন্ট হইবেন।

[illegible] নগরের ছোট আদালতের প্রধান জজ [illegible] উমসন সাহেব ফৌজদারি আইনের [illegible] ধারানুসারে প্রথম শ্রেণির অধীন মাজি-[illegible] ও ১৮৪৯ অব্দের ১০ আইন অনুসারে [illegible] কালেক্টরের ক্ষমতা পাইবেন।

[illegible] ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কা-[illegible] ময়মনসিংহে বদলী হইয়া তথায় মাজি-[illegible] সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

[illegible] চিকিৎসক [illegible] জিনাজ [illegible] চিকিৎসালয়ের [illegible] প্রাপ্ত [illegible] হইবেন।

[illegible] চিকিৎসক বাবু রাম [illegible] চিকিৎসালয়ের ভার প্রাপ্ত হইবেন।

[illegible] মনোহর [illegible] চিকিৎসালয়ের ভার প্রাপ্ত হই-[illegible] বেন।

১৯ জুলাই — ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপু-[illegible] টি কালেক্টর [illegible] [illegible] প্রাপ্ত হইয়া ফৌজদারি [illegible] ধারানুসারে প্রথম শ্রেণির অধীন মাজি-[illegible] ষ্ট্রেটের ক্ষমতা পাইবেন। [illegible] আরও [illegible] আইনের ৩৮ ধারানুসারে সেসিয়নে সমর্পণ করিবার মোকদ্দমার প্রথম বিচার করিতে পা-রিবেন।

[illegible] ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর [illegible] কোলবি সাহেব তৃতীয় অথবা [illegible] বিভাগের [illegible] বদলী হইয়া [illegible] ও ১৮৫৭ অব্দের [illegible] অনুসারে ঢাকা, শ্রীহট্ট, ময়মনসিংহ ও [illegible] কালেক্টরের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

[illegible] সাহেব দ্বিতীয় অথবা [illegible] বিভাগের [illegible] সুপরিণ্টেণ্ডেণ্টের সহকারী হইবেন।

[illegible] ডিপার্টমেণ্টের নিম্নলিখিত কর্মচারি-[illegible] উন্নত হইবেন।

[illegible] সুপরই [illegible] দ্বিতীয় শ্রেণিতে।

চট্টগ্রামের সহকারী নিমক এজেণ্ট জে. [illegible] সাহেব তৃতীয় শ্রেণিতে।

মেদিনীপুরের নিমকের সুপরিণ্টেণ্ডেণ্ট [illegible] চতুর্থ শ্রেণিতে।

কটকের সহকারী নিমক এজেণ্ট [illegible] চতুর্থ শ্রেণিতে।

আসামের সহকারী কমিসনর [illegible] এম. [illegible] তেজপুরে স্থিত হইবেন।

২১এ—জুলাই [illegible] সাহেব ২৪ পরগণার প্রতিনিধি [illegible] ও সেসিয়ন জজ হইবেন।

২৪ পরগণার প্রতিনিধি মাজিষ্ট্রেট জে. পি. এচ ওয়ার্ড সাহেব উক্ত জেলার প্রতিনিধি কা-লেক্টর হইবেন।

ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর বাবু ঈশ্বরচন্দ্র ঘোষাল [illegible] গ্রামের ভার প্রাপ্ত হইবেন।

ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু মহিমাচরণ পাল বারাখাটের [illegible] ফৌ-জদারী আইনের ২২ ধারা ও ১৮৪৯ অব্দের ১০ আইন অনুসারে প্রথম শ্রেণির অধীন মা-জিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন। বাবু মহিমাচরণ পাল সেসিয়নে সমর্পণ করিবার মোকদ্দমার প্রথম বিচার করিতে পারিবেন।

ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু [illegible] চট্টোপাধ্যায় ফৌজদারী আইনের ৩৮ ধারানুসারে সেসিয়নে সমর্পণ করিবার মোকদ্দমার প্রথম বিচার করিতে পারিবেন।

২১ জুলাই সিবিল সর্বিসের [illegible] সাহেব [illegible] জন্য ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের অধীন হইবেন।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয়েষু।

গতসপ্তাহের ৩১ আষাঢ়ের সোমপ্রকাশের বা-[illegible] ম্যালেরিয়ার বৃত্তান্ত পাঠ করিয়া অত্যন্ত বিস্ময়াপন্ন হইলাম। আমাদের বিস্ময়ের কারণ এই যে এক বৎসর অতীত হইল জ্বর, প্লীহা প্র-ভৃতি উৎকট পীড়া বারাসতের কয়েকটী প্রসিদ্ধ গ্রামকে একেবারে জনশূন্য করিল। গৃহ সকল লোকাভাবে বনে পরিপূর্ণ। [illegible] মৃতদেহ সকল পথে ঘাটে পড়িয়া থাকিয়া সমস্ত প্রদেশের জল বায়ু দূষিত করিল, তথাপিও গবর্ণমেণ্ট কিছুই করিলেন না। বোধ হয় আমাদের এই কষ্টভোগ [illegible] না হইলে এতাদৃশ ভয়ানক ম্যালেরিয়ার [illegible] অবশ্যই নির্ণীত হইত। হায়! আমাদি-গের কি দুর্ভাগ্য, যাঁহারা আমাদিগের রাজা বি-দেশীয় [illegible]। তাঁহারা আমাদের প্রতি প্রজা-বৎসল না হইয়া আমাদের বিষম উপেক্ষা ক-রিয়া থাকেন। ঐ মড়কের কারণ নির্ণয়ার্থ তাঁ-হারা কি করিয়াছেন? তাঁহারা মধ্যে মধ্যে সে-নিটরি কমিসনর দিগের নিকট হইতে ম্যালেরি-য়ার রিপোর্ট চাহিয়া থাকেন। তাহা সেনিটরি কমিসনরেরা মড়কের কি কারণ নির্ণয় করিবেন, [illegible] কোন নূতন নিয়ম স্থির করি-তে হইলে তাঁহারা বরং কৃতকার্য্য হইতে পারে-ন, অতএব গবর্ণমেণ্টের উচিত যে সুবিজ্ঞ বি-[illegible] ডাক্তারকে মড়কের কারণ নির্ণয়ার্থ নিযু-ক্ত করেন। গতবৎসর গবর্ণমেণ্ট [illegible] ডাক্তারকে ম্যালেরিয়া নিবারণার্থ নিযুক্ত করিয়া স্থানে স্থানে প্রেরণ করিয়াছিলেন, কিন্তু ঔষধের তাদৃশ আনুকূল্য না থাকাতে ঐ চারিজন ডা-ক্তারের দ্বারা ম্যালেরিয়া প্রপীড়িত দরিদ্র লোক দিগের যথেষ্ট উপকার হয় নাই, বরং কলিকাতা ব্রাহ্মসমাজের অধ্যক্ষগণ যে চারি সহস্র টাকা চাঁদা সংগ্রহ করিয়া স্থানে স্থানে ডাক্তার ও ঔষ-ধালয় স্থাপন করিয়াছিলেন তাহাতে দরিদ্র পী-ড়িত লোকের অনেক উপকার হইয়াছিল। হায়! আমাদিগের দেশের সঙ্গতিপন্ন লোকেরা আর কতকাল এসকল বিষয়ে উপেক্ষা করিয়া থাকি-বেন। তাঁহাদিগের অনবধানতা দোষেই আমা-দিগের দেশ উৎসন্ন হইতেছে। নদীয়া যশোহর পাবনা প্রভৃতি কএকটী জেলার সহস্র সহস্র প্র-জা দুর্দ্দান্ত নীলকরদিগের অত্যাচারে হৃত সর্ব্বস্ব হইল, যশোহর জেলার ভয়ানক বন্যার প-[illegible] কএকটী প্রসিদ্ধ গ্রামের লোক জী-বনশূন্য হইল এবং বারাসত ত্রিবেণী প্রভৃতি গ্রামের সহস্র সহস্র লোক ম্যালেরিয়ায় বিনষ্ট হইল তথাপি তাহার কিছু প্রতিকার হইল না। আমাদিগের দেশের লোকেরা কেবল বারইয়ারি পূজার উপলক্ষে ঐক্য হইয়া স্থানে স্থানে যাচক-[illegible] অর্থ সংগ্রহ করিয়া অসৎ কার্য্যে নষ্ট করিয়া থাকেন। হায়! বারইয়ারি পূজা যে দেশের প্রধান উৎসব, সে দেশের লোকের সৎকর্ম্মকে ধিক্, সে দেশের লোকের সভ্যতাকে ধিক্।

কস্যচিৎ বঙ্গীয়স্য।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক।

মহোদয় সমীপেষু।

সম্পাদক মহাশয়! প্রত্যয়কারী কোন আপ্ত ব্যক্তির নিকটে নিম্ন লিখিত ঘটনাটি শ্রবণ করিয়া অতিশয় আশ্চর্য্য বোধ হইল। ধান্যআ-[illegible] পুরের সন্নিহিত গোপালপুর নামক গ্রামে, এক গৃহস্থের গৃহে একটী গোবৎস কুক্কুরীর স্তন্য-পান করিয়া জীবন ধারণ করিতেছে ও দিন ২ উত্তম হৃষ্টপুষ্ট হইতেছে। এমনের ৩। ৪ দিবসের পর, বৎসটীর মাতা রোগাক্রান্ত হইয়া প্রাণ ত্যাগ করে, তৎকালে গৃহস্থের বাটীতে এ-কটী প্রসূত বয়স্কা কুক্কুরী ছিল। তাহারা কৌশল [illegible] মাতৃহীন বাছুরটীকে তাহারই দুগ্ধপান ক-[illegible] ২। ৩ দিন এই প্রকার করিয়াছিল, তৎপরে কুক্কুরীটী আপনা হইতেই তাহাকে দুগ্ধপ্রদান করিতে লাগিল, দুগ্ধ খাই-

র জন্য বাবুরটী তাহার নিকট গমন করিলেই শয়ন করিয়া আগুন বৎসের ন্যায় দুগ্ধপান রাইয়া থাকে। এইরূপ দুগ্ধপান দ্বারা, বৎসটী কণে ৫।৬ মাসের হইয়াছে। ইহা অল্প আশ্চর্য্যের বিষয় নহে।

২। ... নামে ... দেবতা আছেন। এখানকার ... থাকেন ইনি অতি প্রতাপ ... দেবতা। যাহা হউক, প্রতি শনি মঙ্গলবার এখানে অনেক লোকজনের (অধিকাংশ স্ত্রীলোকের) সমাগম হইয়া থাকে, এবং অনেকে অনেক প্রকার মানস করিয়া যায় (কাক তালীয় ন্যায়ে) যাহারা সিদ্ধ মনোরথ হয় তাহাদিগকে নানাবিধি ভোগকরণ নৈবেদ্যাদি দ্বারা দেবীর পূজা ও শিবাভোগ প্রদান করিতে হয়। শিবাভোগ অতি আশ্চর্য্য কাণ্ড। তথাকার পূজক ব্রাহ্মণ ঠাকুর যথাসম্ভব উত্তম অন্নব্যঞ্জন প্রস্তুত করিয়া ক্রমা ক্রমা "এইনাম গ্রহণ পূর্ব্বক আহ্বান করিবামাত্র নিকটবর্ত্তী বনমধ্য হইতে একটা ... শৃগাল আগমন করিয়া বহুজন সমক্ষে সেই সমস্ত আহার করিয়া যায় (এ ... প্রকাশ সন্দেহ নাই) পরিশেষে ভক্তিযুক্ত বহুসংখ্যক লোক ... যাহা কিছু পড়িয়া থাকে প্রসাদ বলিয়া ভক্তি পূর্ব্বক গ্রহণ করিয়া আপনাকে চরিতার্থ বোধ করিয়া থাকে। হা! আমরা কি দুর্নিবার ... সংস্কারাবিষ্ট ও অধম। হায়! কতদিনে, এতদ্দেশীয় দিগের অন্তঃকরণে ঈদৃশ নিকৃষ্ট কার্য্য সকলের কুৎসিত ও ঘৃণাকর বলিয়া প্রতীয়মান হইবে? কত দিনে তাহাদিগের অজ্ঞানতমসাচ্ছন্ন ও কুসংস্কারাচ্ছন্ন হৃদয়ক্ষেত্রে সত্য ধর্ম্মরূপ চন্দ্রোদয় হইবে?

৩। বর্ত্তমান বর্ষে নূতন ... পুকুর, পুকুর নাম শ্রবণাবধি কৃষিজীবিগণ "পুকুরে পুকুরং বারি" এই ভাবিয়া শঙ্কিত ও সমুৎসুক হইয়াছিল পরন্তু সম্প্রতি প্রচুর বারি বর্ষণ দেখিয়া, তাহাদিগের সে সংস্কার দূরগত হইয়াছে। এক্ষণে এতৎ প্রদেশে উত্তমরূপ কৃষিকার্য্য চলিতেছে।

৪। অন্যান্য বৎসর অপেক্ষা, এবৎসর, ... অধিক লোকের মৃত্যু ঘটিতেছে, এই শোচনীয় সংবাদ প্রায়ই ... প্রতিগোচর হইতেছে। অল্প দিবস হইল, সাওতা গ্রাম নিবাসী ...মোহন চৌধুরী নামক এক ব্রাহ্মণের বাটীতে ... তাহাতে অতি শোচনীয় ঘটনা সংঘটিত হইয়া গিয়াছে। উক্ত চৌধুরীর একটী ...বয়স্কা পুত্রবধূর প্রাণ বিয়োগ হইয়াছে। অনু... বায়, ... গাছা কাঁচড়াপাড়া নামক পল্লীতে ... মস্তকে ... হইয়া প্রাণ পরিত্যাগ করিয়াছে। ... ব্যক্তি ... বধিবার জন্য গমন করিতেছিল, পথিমধ্যে এই আকস্মিক ঘটনা ঘটে। কি ভয়ানক কাণ্ড! ... ঐ দিবস আরও দুই এক স্থানে এই ... লোক হত্যা হইয়া গিয়াছে। ... এই একটী জনরব উঠিয়াছে যে ... বলপূর্ব্বক দার্জ্জিলিং হইতে ... মহারাজকে আপন রাজ্য মধ্যে লইয়া গিয়াছে ... এ প্রবাদ সংপূর্ণ অমূলক বোধ হইতেছে। এ প্রকার জনশ্রুতির কারণ কি?

খৃঃ ১৮৬২ ; ৭ জুলাই
বীরভূম জিলা ... কাঁড়ক

বাধ্যস্য
শ্রীভুবন মোহন ভট্টাচার্য

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক
মহাশয় সমীপেষু।

মহাশয়! প্রায় এক পক্ষ অতীত হইল আমি জেলা বর্দ্ধমানের অন্তঃপাতি কোন এক সম্ভ্রান্ত জমিদারের বাটীতে গমন করিয়াছিলাম, বিশেষ অনুসন্ধানদ্বারা জানিলাম, ঐ ... বৎসর বয়স্ক বৃদ্ধ "মহাত্মা" সম্প্রতি নবযৌবন সম্পন্ন এক স্ত্রীতে নিতান্ত আসক্ত হইয়া স্বীয় পত্নীকে দূরীকৃত করিয়া দিয়াছেন, এবং অ... বয়স ভুলিয়া সর্ব্বদাই সেই স্ত্রীর ... চিন্তাতেই কালক্ষেপ করিতেছেন। মহাশয়! বাবু ... ইনি একজন প্রকৃত হিন্দুধর্ম্মাবলম্বী ... বিখ্যাত কিন্তু ঐ স্ত্রীলোকের বাক্যে এক ব্রাহ্মণের মস্তকে চর্ম্মপাদুকা প্রহার করিয়া দিয়াছেন। লোকে কহে বাবু কি বদান্য! কি দয়ালু! মহাশয় আপনার পাঠকগণের নিকট তাঁহার উদারতা ও দয়ালুতার আরকিছু পরিচয় প্রদান করিতেছি।

এক জন কায়স্থ ভদ্র সন্তান দৈনিক আহারোপযোগী দ্রব্যাদি ক্রয় করিবার জন্য ঐ গ্রামে যাতায়াত করিতেন সুতরাং গ্রামস্থ প্রায় সকল ব্যক্তির সহিত তাঁহার সৌহৃদ্য হইয়াছিল। দৈব দুর্ব্বিপাক বশতঃ এক দিবস বাবু দেখিলেন যে ঐ ব্যক্তি তাঁহার উপপত্নীর বাটীতে বসিয়া আছেন এবং মহাত্মা বলেন ঐ পরিবারের সহিত কথা বার্ত্তা কহিতেছেন দেখিয়া তিনি ক্রোধ সম্বরণ করিতে না পারিয়া ঐ ব্যক্তিকে ধৃত করিবার আজ্ঞা দেন, পরে তিনি আনীত হইলে সংপরোনাস্তি প্রহার ও ... নীচব্যক্তির দ্বারা তাহার মুখে ... তাহাকে গ্রাম হইতে বহিষ্কৃত করিয়া ... আবার এক স্ত্রীকেও ভয়ানক শাস্তি ... দিয়াছে। এক দিবস রজনীযোগে ঐ স্ত্রীলোক ... করিয়া আসাতেই প্রায় বিংশ জন লোক সমক্ষে বাবু একজন ভৃত্যের প্রতি তাহাকে ... করিবার আজ্ঞা দেন। তাহা সম্পাদিত হইলে পর উন্মত্তের ন্যায় ঐ অবলাকে ভূমিতে ফেলাইয়া তাহা আর লিখিতে লেখনী ... হইতেছে চর্ম্মপাদুকা প্রহার হইল, সে মৃতপ্রায় হইয়া পড়িল। পাঠক মহাশয়! ইহা অপেক্ষা ... ও নৃশংসতা আর কি হইতে পারে। আবার নিকটস্থ পুলিস কর্ম্মচারীরাও ... ভূমিতে ... উত্তম বলের ... অত্যাচার সহ্য করিতে অসমর্থ হইয়া গ্রাম ত্যাগ করিয়া পলায়ন করে (... অনেকেও পলায়ন করিয়াছে) তবে বাবুর অনুরোধে ও অর্থ ... পুলিস কর্ম্মচারিরা মিথ্যা ... উপস্থিত করিয়া তাহাদিগের পুনরায় দুরবস্থা ... জন্য চেষ্টার ... কিছু ত্রুটি করেন না। মহাশয় ... এই পর্য্যন্ত, ইহাতে যদি বাবুর চরিত্র ... শোধিত হয় আমি লেখনীকে বিশ্রাম দিব, অ... ... লেখনীকে পুনর্ব্বার ... হইবে, ... যে বাবুর গুণ ... করিলাম ইনি প্রকৃত ধর্ম্মিক, অনেকে ... বলিয়া জানেন।

... ...
২ জুলাই

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু ব্রজলাল রায় ... ১২৬৯ ১০ই আ... হইতে ১৭ই অগ্রহায়ণ পর্য্যন্ত ... কোং ৫ টাকা
,, কৃষ্ণধন চক্রবর্ত্তী ...
১২৬৯ শ্রাবণ হইতে পৌষ পর্য্যন্ত কোং ৫ ...
,, চন্দ্রকান্ত সেন ...
১২৬৯ আষাঢ় হইতে অগ্রহায়ণ পর্য্যন্ত ৫ ...
,, ... রায় ...
১২৬৯ শ্রাবণ হইতে পৌষ পর্য্যন্ত কোং ৫ ...
,, গোবিন্দচন্দ্র মজুমদার ...
১২৬৯ শ্রাবণ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত ১০ ...
,, যোগেন্দ্রচন্দ্র শর্ম্ম সরকার ...
১২৬৯ শ্রাবণ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত ১০ ...

এই পত্র ... পূর্ব্ব বাঙ্গলা ... সোনাপুর ... দক্ষিণ চাঙ্গড়িপোতা গ্রামে শ্রী... ...প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

" प्रवर्त्ततां प्रकृतिहिताय पार्थिवः सरस्वती श्रुतिमहती न हीयतां

{ সন ১২৬৯। ২৭ শ্রাবণ। ইং ১৮৬২। ১১ আগষ্ট

মাসিক মূল্য ॥০ টাকা
বার্ষিক অগ্রিম ১০ টাকা

সোমপ্রকাশ।

২৭ শ্রাবণ সোমবার।

সর চারলস উড ও লেঙ সাহেব।

ভারতবর্ষের রাজস্ব সংঘটিত কার্য্যে তন্দ্রা পড়িয়াছে, কখন যে ইহার সুবিধা হইবে, এরূপ সম্ভাবনা দেখা যাইতেছে না। প্রথমে ইহা অন্ধকারে আচ্ছন্ন ছিল। উইলসন সাহেব ইহাকে সেই অন্ধকার হইতে নির্মুক্ত করিবার চেষ্টা পান, কিন্তু তাঁহার কয়েকটি দোষ থাকাতে তিনি স... ম্যকরূপে কৃতকার্য্য হইতে পারেন নাই। লেঙ সাহেব ধীরে ধীরে কার্য্য করিয়া অনেক সুবিধা করিয়া আনিয়াছিলেন, কিন্তু সর চারলস উড সর্ব্বস্ব প্রভুতা বিনিয়োগ করিয়া তাঁহাকে বিরক্ত করিয়া তুলিয়াছেন। তিনি বিরক্ত হইয়া স্বীয় পদ ত্যাগ করিয়াছেন। ইহা অত্যন্ত ক্ষোভের বিষয়।

লেঙ সাহেব যে আয় ব্যয় গণনা কর... রেন, তাহা হইতে ইংলণ্ডীয় ব্যয় ৩১৭৬... ৬০ টাকা ও রেলওয়ে সম্বন্ধে ৪৭৩৩২... টাকা ছাড়িয়া দেওয়া হয়। ইংলণ্ড হই... তে এ দেশে যে টাকা আইসে, তাহা... প্রতি টাকার হিসাব মত দুই সিলিং ধরি... য়া লওয়া বিধেয় হয়, কিন্তু তাহা না ল... য়া এক সিলিং দশ পেন্স লওয়া হই... ছিল, তাহাতে প্রতি টাকায় প্রায় দুই প... সা ক্ষতি হয়। লেঙ সাহেব হিসাব কালে... এরূপ গণনা করেন নাই। বর্ত্তমান ব... সর্ব্বশুদ্ধ ৫,৫০০০০০০ টাকা রেলওয়ে... ব্যয় হইবে। উল্লিখিত প্রকার বিনিময়ে... হিসাবে আমাদিগকে ৪৫৮৭৩৩০ টা...

ক্ষতি সহ্য করিতে হইতেছে, এতদ্ভিন্ন [illegible] সাহেব ইংলণ্ডীয় গবর্ণমেণ্টের নিকট প্রাপ্য (চীনদেশীয় যুদ্ধ প্রভৃতি [illegible]) টাকা বর্ত্তমান বৎসরের আয়ের মধ্যে [illegible] ধরিয়াছেন। সর চার্লস উড [illegible] অনুমোদন না করিয়া নিম্ন লিখিত প্রকারে অকুলান দেখাইয়াছেন:—

রেলওয়ে	ক্ষতি	৪৫৮৩৩৩০
চীন দেশীয় যুদ্ধের প্রাপ্য		৪৫০০০০০
ইংলণ্ডীয় যুদ্ধ ডিপার্টমেণ্টে		৭২৪৪৪৩
অন্য অন্য প্রকার		১৪২৮০০০
ভারতবর্ষীয় ধনাগার হইতে		
কর্জ্জ ও তাহার সুদ		৬০০০০০০
মোট		১১৩০৫৭৭৩

ইহার মধ্যে লেঙ সাহেবের হিসাবে যে ১৪২০২১০ টাকা উদ্বৃত্ত আছে তাহা বাদ দিলে সর চারলস উডের মতে ১০১৮৫৫৭৩ টাকা অকুলান থাকে। সর চারলস উড ইংলণ্ডের ব্যয়ের ৫৪৯১৪৩২০ টাকার হিসাব পাঠান, লেঙ সাহেব সে হিসাব প্রমাণ না করিয়া ৪৯৬১৯৮৬০ টাকা ইংলণ্ডের ব্যয় স্থির করেন। ইহাই তাঁহার সহিত লেঙ সাহেবের বিচ্ছেদ হইবার কারণ। সর চারলস উড গত বৎসর মুক্ত হ আফিসের জন্য ২০ লক্ষ টাকা লইয়াছিলেন। সে সমুদায় টাকা ব্যয় হয় নাই, যুক্তি অনুসারে লেঙ সাহেব তাহা এ বৎসরের ইংলণ্ডের ব্যয় হইতে বাদ দিতে পারেন, কারণ আফিসের জন্য এ বৎসর আবার টাকা দিতে হইতেছে। সর চারলস উড বক্র পথ ধরি। যেরূপ হিসাব করিয়াছিলেন, তাহার সবিস্তর উল্লেখ [illegible] বিফল। এই মাত্র বলিলেই পর্য্যাপ্ত হইবে, তিনি বাদ [illegible] দিয়া সমুদায়ে [illegible]৬০ অকুলান দেখাইয়াছেন। লেঙ [illegible] শিক্ষা কার্য্যে যে ১৩৬৪৫৩০ টাকা [illegible] করেন. সর চারলস উড তাহা রহিত করিবার আজ্ঞা দিয়াছেন। এ আজ্ঞাটি সর্ব্বাগ্রে প্রতিপালিত করা আবশ্যক।

সর চারলস উড ক্রোধ [illegible] যে নম্রভাবে সর্বস্ব প্রভুত্ব প্রদর্শন করিয়া ক্ষান্ত হইয়াছেন এরূপ নহে, তাঁহার লেঙ সাহেবকে অসাধু পর্য্যন্ত বলা হইয়াছে: প্রথমে ১৮৫৯।৬০ অব্দের আয় ব্যয়ের এক আনুমানিক হিসাব ও শেষে তাহার প্রকৃত হিসাব হয়। লেঙ সাহেব পূর্ব্বোক্ত হিসাব অবলম্বন করিয়া আয় ব্যয় গণনা করাতে ষ্টেট সেক্রেটারি বলেন "যখন এক ব্যক্তির নিকটে প্রকৃত হিসাব রহিয়াছে, তখন তাঁহার আনুমানিক হিসাবের উপর নির্ভর করা অতিশয় অন্যায়। অতএব লেঙ সাহেব যে কোন কারণ প্রদর্শন করুন না কেন তাহা আদরযোগ্য নহে।" আমরা এক্ষণে নিগূঢ় কথা বুঝিতে পারিলাম, ভারতবর্ষে যত ব্যয় সংক্ষেপ হউক না কেন, এখানে আমরা যত কর ভার বহন করি না কেন, আমাদিগের বিদ্যা শিক্ষা হউক, আর না হউক তাহাতে সরচারলস উড ও ইংলণ্ডীয় মন্ত্রি সম্প্রদায়ের ক্ষতি নাই. গ্লাডষ্টোন সাহেব মহাসভা দ্বারা আপনার বজেট গ্রাহ্য করাইতে পারিলেই কৃতার্থ হইবেন। আমরা বৃথা বৃথা ইংলণ্ডস্থ ১৪০০০ সৈন্যের বেতন দিতেছি। লেঙ সাহেব এই অপব্যয় নিবারণ করিতে গিয়া অপমানিত হইলেন। সর চারলস উড ইংলণ্ডের ব্যয়ের বিষয়ে যে হিসাব প্রদান করিয়াছিলেন লেঙ সাহেব তাহা বোধহয় প্রমাণ করিয়া কাষ্য করেন নাই বলিয়াই সর চারলস উডের যত আক্রোশ। যাহা হউক, লেঙ সাহেব আত্মপক্ষ রক্ষা করিয়াছেন, ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট কিরূপ মীমাংসা করেন আমরা সেই প্রতীক্ষা করিয়া রহিলাম।

লেঙ সাহেব ইংলণ্ডের টাকা এ দেশে আনাইবার ক্ষতির বিষয়ে বলেন, রেল বন্ত হয়, তদনুসারে ইংলণ্ড হইতে প্রেরিত টাকায় দুই শিলিঙ ধরিয়া না লইয়া [illegible] শিলিঙ দশ পেন্স ধরিয়া লইবার [illegible] হয়, সেই নিমিত্ত তিনি তাহা গণনা [illegible] নাই। দ্বিতীয়, সর চারলস উড বলেন, চীন দেশের যুদ্ধকালে ভারতবর্ষীয় ধনাগার হইতে যে টাকা দেওয়া হয়, তাহা সেই বৎসরের ব্যয় বলিয়া গণিত হইয়াছিল, তাহা পরিশোধ করিয়া ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট যে টাকা দিয়াছেন, তাহা আবার আয় বলিয়া গণনা করা হইয়াছে, ইহা অন্যায়। লেঙ সাহেব ইহার যে উত্তর দান করিয়াছেন, তাহাতে স্পষ্ট বোধগম্য হইতেছে না, পূর্ব্বোক্ত বিষয়টির উত্তরও প্রতিকর হইতেছে না, যথার্থ বটে, কিন্তু লেঙ সাহেবকে অপমানিত করা অনুচিত হইয়াছে। মানুষের ভ্রম হওয়া অনৈসর্গিক নহে। তিনি পদস্থ থাকিলে ভারতবর্ষের রাজস্ব কার্য্যের অনেক সুবিধা হইত সন্দেহ নাই।

মহান্ প[illegible]র্ব্ব।

প্রধান লোকেরা যত্নবান্ হইলে এ দেশের ধর্ম্ম ও আচারব্যবহারাদি কোন সংশোধন হইতে কত দিন লাগে? [illegible] নিম্নে যে একখানি প্রেরিত পত্র প্রকটিত হইল, পাঠকগণ! অভিনিবেশ সহকারে পাঠ করুন, [illegible] পারিবেন, কত প [illegible] [illegible] বলেন, [illegible] [illegible] এরূপ অবস্থা আছে যদি [illegible] [illegible] ও আচার ব্যবহারাদি পরি[illegible] [illegible] তাহার অণুমাত্র অতিক্রম [illegible] প্রাণসঙ্কট উপস্থিত হয়, [illegible]

[illegible]ধর্ম্মের জয়।

মহাশয়! সোমপ্রকাশে প্রকাশিত শ্রীযুক্ত বাবু [illegible]চন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের প্রে-

ত পত্রে আপনকার পাঠকবর্গ অবগত
হেন যে আমাদিগের তাত্তাকা বিদ্যালয়ের
ক্তাবার প্রধান শিক্ষক শ্রীযুক্ত পণ্ডিত
র মৃচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের ব্রাহ্মধর্ম্মে
র্ট ভক্তি থাকায় জাতিভেদসূচক য-
াপবীত পরিত্যাগ করিয়াছেন এবং তজ্জ-
ন্য এই গ্রামবাসী ব্রাহ্মণগণ তাঁহাকে স-
মাজচ্যুত করিতে চেষ্টা পাইয়াছিলেন। যদিও
মনোরথ হইতে পারেন নাই বটে তত্রাপি
তার সহিত এক হুকায় ধূমপান করিতে
হ কেহ অসম্মত প্রকাশ করিতেন এবং
হার বাটীর কোন কর্ম্ম উপলক্ষে ভোজন
ন্য ব্রাহ্মণ নিমন্ত্রিত হইলে গোলযোগ হইবেক
হাও কহিতেন। সম্প্রতি তাঁহার পুত্রের অ-
প্রাশন হইয়া গিয়াছে। সমুদায় ব্রাহ্মণ কা-
স্থ প্রভৃতি ভদ্রলোক ভোজনাদি করিয়া নি-
ন্ত্রণ রক্ষা করিয়াছিলেন। এস্থানে [illegible]
এর প্রাচীন সম্প্রদায়ই প্রায় সমুদায়, পরা
ই চিন্তাকারী ব্যক্তিরও অভাব নাই। মনে
নে যাঁহার যাহা থাকুক, কৈ কেহত কিছু
কাশ করিলেন না। হে ব্রাহ্মভ্রাতাগণ! এই
শুভসংবাদ কি আহ্লাদজনক নহে? ইহাতে কি
আমাদের সাহস বৃদ্ধি করিতেছে না? যাহারা
ধর্ম্ম হইতে শাস্ত্রের শাসনকে এবং শাস্ত্র হই-
তে বর্ত্তমান ব্যবহারকে অধিকতর মান্য করিয়া
থাকে আমরা কি তাহাদিগকে ভয় করিয়া
শুভ্যানুষ্ঠানে বিরত থাকিব?

একান্ত বশম্বদ শ্রীরাখালচন্দ্র ঘোষ
তাত্তাকা বিদ্যালয়ের দ্বিতীয় শিক্ষক।

ব্রাহ্মণে যজ্ঞোপবীত পরিত্যাগ করি
ল এবং ত্রিসন্ধ্যা ব্রাহ্মণকর্ত্তব্য সন্ধ্যাবন্দ
নাদি না করিলে তাঁহার ব্রাহ্মণত্ব থাকে
না। যজ্ঞোপবীত ও যথাসময় সন্ধ্যাবন্দ
নাদি ব্রাহ্মণের জীবন স্বরূপ। তদুপরি
ন্যাসীর সহিত যজ্ঞোপবীতধারীরা সমা
জিক নিয়মানুসারে একত্র আহারাদি করি
তেছেন, ইহার তুল্য হিন্দুসমাজবিপ্লবকারী
পরিবর্ত্ত আর কি আছে? ইহার তুল্য আ
চারব্যবহারাদি পরিবর্ত্তন বিষয়ে এদেশী
দিগের অনুমোদন ক্রিয়ার উৎকৃষ্ট উদা
হরণ আর কি হইতে পারে?

শ্রীযুক্ত বাবু হারাণচন্দ্র চট্টোপাধ্যায়ের পূর্ব্ব পত্র দ্বারা আমাদিগের যেরূপ সংস্কার জন্মিয়াছিল, তদ্দ্বারা স্পষ্ট বোধ হইতেছে, তাত্তাকাবাসী জমীদার শ্রীযুক্ত বাবু যজ্ঞেশ্বর সিংহের যত্নেই ঐ ব্যাপারটী সম্পন্ন হইয়াছে। যদি এক জন প্রধান লোকের যত্নে এত দূর হইয়া উঠিল, যাবতীয় প্রধান ব্যক্তি এইরূপ যত্নবান হইলে কোন্ বিষয় সম্পন্ন না হয়? প্রধান ব্যক্তিদিগের অধিকাংশের একপ প্রবৃত্তি নাই, সৎক্রিয়াসাহস নাই, সুশিক্ষা ও অধ্যবসায় নাই, তাহাতেই আমরা স্বদেশের দৈনন্দিন শ্রীবৃদ্ধি দর্শনে বঞ্চিত ও হতাশ হইতেছি। আমরা স্বদেশীয় প্রধান ব্যক্তিদিগের অধিকাংশের চলিত ধর্ম্মে অকপট ভক্তি ও শ্রদ্ধা দেখিতেছি না, চলিত ধর্ম্মের নিষিদ্ধ কার্য্যের অনুষ্ঠানে তাঁহাদিগকে পরাঙ্মুখ দেখিতেছি না, অথচ তাঁহাদিগকে বিশুদ্ধ ধর্ম্ম ও আচার ব্যবহারাদির অবলম্বন অথবা তদ্দোষ সংশোধনে যত্নবান দেখিতে পাই না, ইহা আমাদিগের আন্তরিক বিস্ময় ও ক্ষোভের বিষয়।

মৃত বাবু রমাপ্রসাদ রায়।

বঙ্গদেশ আর একটী শোকবজ্রের আঘাত প্রাপ্ত হইলেন। আমরা গতবারে বাবু রমাপ্রসাদ রায়ের শোকাবহ মৃত্যু সম্বাদ সংক্ষেপে পাঠকগণের গোচর করিয়াছি। তিনি যেরূপ লোক ছিলেন, তাহাতে সংক্ষেপে তাঁহার মৃত্যু সম্বাদ লিখিয়া আমাদিগের চিত্তের তৃপ্তি ও দুঃখ নিবৃত্তি হইতেছে না। ১৮ই শ্রাবণ শনিবার তাঁহার মৃত্যু সমাচার শ্রবণ করিয়া কলিকাতায় যিনি দুঃখিত না হইয়াছেন একপ লোক অতিবিরল। এক সপ্তাহ পূর্ব্বে অবধি আমরা তাঁহার জীবন বিষয়ে হতাশ হইয়াছিলাম, তথাপি যখন তাঁহার মৃত্যু কথা আমাদিগের শ্রুতিগোচর হইল, অন্তঃকরণকে বিচলিত করিয়া তুলিল। আমরা কিছু দিন পূর্ব্বে যে ব্যক্তিকে আমাদিগের দেশের উচ্চতম বিচারালয়ের বিচারপতির আসনে আসীন দেখিবার বাসনা করিয়াছিলাম যাঁহা হইতে বঙ্গদেশের রাজকীয় বিষয়ের সবিশেষ গৌরব লাভের আশা করিয়াছিলাম, নির্দ্দয় মৃত্যু তাঁহাকে লইয়া গেল। আমরা মনোরথ পূর্ণ করিতে পারিলাম না।

বাবু রমাপ্রসাদ রায় রাজা রামমোহন রায়ের কনিষ্ঠ পুত্র ছিলেন। তিনি ১২২৫ অব্দের ১২ই শ্রাবণ জন্ম গ্রহণ করেন। ৪৫ বৎসর মাত্র তাঁহার বয়ঃক্রম হইয়াছিল। শিশুকালে তিনি পেরেণ্টাল আকাডেমিতে ও কয়েক বৎসর হিন্দুকালেজে অধ্যয়ন করেন। রাজা রামমোহন রায় ইংলণ্ডে গমন কালে রমাপ্রসাদকে তাঁহার (রমাপ্রসাদের) জ্যেষ্ঠ ভ্রাতা বাবু রাধাপ্রসাদ রায় ও দ্বারকানাথ ঠাকুরের হস্তে সমর্পণ করিয়া যান। দ্বারকানাথ ঠাকুরের সবিশেষ সংসর্গ হওয়াতে অতি অল্পবয়সে তাঁহার মনুষ্য পরীক্ষা করিবার ও সহজে দুরবগাহ বিষয় সকল বুঝিয়া লইবার সবিশেষ ক্ষমতা জন্মিয়াছিল।

১৮৩৮ অব্দে তিনি ডেপুটী কালেক্টরের পদ প্রাপ্ত হন, ১৮৪৫ অব্দ পর্য্যন্ত এই কর্ম্ম করিয়াছিলেন। এই সময়ে বাবু প্রসন্নকুমার ঠাকুর সদর আদালতে ওকালতী করিয়া যথেষ্ট খ্যাতি ও অর্থ উপার্জ্জন করেন। রমাপ্রসাদ বাবু তদ্দর্শনে সদরে ওকালতী করিতে গেলেন। প্রসন্নকুমার বাবুর নিকটে তাঁহার অনেক সাহায্য লাভ হইয়াছিল। পরিশেষে তিনি স্বীয় পদ ত্যাগ করিলে রমাপ্রসাদ গবর্ণমেন্টের প্রধান উকীল হইলেন। সেই অবধি তাঁহার গৌরব বৃদ্ধি হইতে লাগিল। লার্ডকানিঙ ও গ্রাণ্ট সাহেব তাঁহাকে সবিশেষ অনুগ্রহ ও স্নেহ করিতেন। গত বৎসর গ্রাণ্ট সাহেব তাঁহাকে লিগাল রিমেম্ব্রান্সারের পদে প্রতিষ্ঠিত করেন। তিনি দক্ষতা সহকারে এই

[illegible] সম্পাদন [illegible] লেন। [illegible] দের তাঁহার বু[illegible] ও [illegible] বহুদ্রাজতা [illegible] [illegible] করিয়াছিলেন।

[illegible] বঙ্গদেশীয় ব্যবস্থাপক [illegible] [illegible] সভা পদে প্রতিষ্ঠিত হইয়াছি [illegible] এস্থলেও তিনি আপনার বুদ্ধিমত্তা [illegible] বিশেষ পরিচয় দেন। তিনি [illegible] সভার কর্তা রাজা দিনকর রাও [illegible] সকল বিষয়ে পারদর্শিতা প্র[illegible] পারেন নাই বটে কিন্তু তিনি [illegible] রাজা[illegible] বড় নিকৃষ্ট ছিলেন না।

তিনি যকৃৎরোগে আক্রান্ত হইয়া তিন [illegible]কাল কষ্ট পাইয়াছিলেন। প্রথমে আ[illegible] সিমুলিয়ার বাটীতে ছিলেন, পরে চিকিৎসার সুবিধার নিমিত্ত চৌর[ঙ্গী] দিকে গিয়া অবস্থিতি করেন। তাঁহার চিকিৎসার যে চূড়ান্ত হইয়াছিল একথা বলা বাহুল্য, কিন্তু কাল এমনি দুরন্ত যে কি ধনবল, কি লোক বল, কি চিকিৎসক [দ]লে, [illegible] তাঁহাকে নিস্তার করিতে সমর্থ হইল না।

আমরা রমাপ্রসাদ বাবুর জন্মাদি মর[ণা]ন্ত বৃত্তান্ত যেমন সংক্ষেপে বর্ণন করিলাম, তেমনি সংক্ষেপে তাঁহার স্বভাব ও চরিত্রাদির বিষয়ও কিছু বলা আবশ্যক। তিনি অতিশয় বুদ্ধিমান্ ছিলেন। তিনি কেবল এক বুদ্ধিবলেই এত দূর সম্মান, গৌরব, ও যথেষ্ট অর্থ (কেহ বলে ২০, কেহ বলে ৩০ লক্ষ টাকা) অর্জন করিয়াছিলেন। তাঁহার স্বভাব বিনীত ও নম্র ছিল, এই গুণে কি ইউরোপীয় কি এতদ্দেশীয় অনেক প্রধান লোকের সাথে তাঁহার সবিশেষ আত্মীয়তা [illegible], কিন্তু তাঁহার স্বভাবগত একটী অনুকরণ দোষ স্পষ্ট লক্ষিত হইত। এই অনুকরণ দোষ নিবন্ধনই তাঁহার প্রকৃত মনস্বিতা, তেজস্বিতা প্রভৃতি কয়েকটী সদগুণের অসদ্ভাব ছিল। এই দোষ থাকাতেই তিনি স্বদেশের কোন বিশেষ শ্রেয়ঃ সাধন করিয়া যাইতে পারেন নাই। তিনি যে লোকের সন্তান, তাঁহার নিকটে বঙ্গদেশ কি অধিকতর প্রত্যুপকার লাভের প্রত্যাশা করেন নাই? তাঁহার অণুমাত্রও সৎক্রিয়ানুরাগ ছিল না, একথা বলিলে বোধ হয় অযুক্ত হয় না। তাঁহার পিতা হিন্দু সমাজে খ্যাতি লাভ বাসনা পরিত্যাগ ও অন্য অন্য ক্ষতি স্বীকার করিয়াও স্বদেশের ধর্ম ও আচার ব্যবহারাদিগত দোষ সংশোধন চেষ্টা করিয়া ইহাকে উৎকৃষ্ট অবস্থায় লইবার চেষ্টা পাইয়াছিলেন; তিনি অসার, অপদার্থ ও অসতের নিন্দা, ও কটু বাক্যে কর্ণপাত না করিয়া অকুতোভয়ে যে সৎক্রিয়ানুষ্ঠানের পথ প্রদর্শন করিয়া যান, রমাপ্রসাদ তাঁহার পুত্র হইয়া কেবল এক সৎক্রিয়াসংক্রম বিরহে সেই পথের পথিক হইতে পারিলেন না। প্রত্যুত তিনি সেই প্রাচীন পঙ্কময় ভগ্ন পথের পথিক হইয়া বিশেষজ্ঞ ব্যক্তিদিগের ঘৃণার পাত্র হইয়াছিলেন।

তাঁহার চরিত্র বিশুদ্ধ ছিল বলিয়া আমাদিগের সংস্কার নাই, সুতরাং বিশুদ্ধ চরিত্র লোক বলিয়া তিনি আমাদিগের ভক্তিভাজনও ছিলেন না। তিনি যেরূপ পণ্ডিত ছিলেন, তাঁহার যেরূপ বুদ্ধিবৃত্তি, ক্ষমতা ও অর্থ সঙ্গতি ছিল, তাহার সহিত যদি চরিত্রের বিশুদ্ধতা, স্বদেশানুরাগিতা ও স্বদেশহিতৈষিতা থাকিত, তিনি যে কেবল আমাদিগের অবিমিশ্র শোকের পাত্র হইতেন এরূপ নহে, আমরা প্রধান পুরুষ গণনা কালে তাঁহাকে দ্বিতীয় পদ দানে উৎসাহী হইতাম না।

বড় লোকের চরিত্রাদির বিষয়ে লেখনী প্রসারণপূর্বক যথাযথরূপে স্বকর্তব্য সম্পাদন করিয়া কৃতার্থত্ব লাভ করা বড় সহজ নয়। পক্ষপাতাদি নানাবিধ দুর্নিবার কারণ বশতঃ চিত্তবিভ্রম জন্মিবার সমধিক সম্ভাবনা। আমরা বাবু রমাপ্রসাদ রায়ের চরিত্রাদি বিষয়ে প্রসঙ্গ করিয়া অপক্ষপাতিত[্বে] স্বকর্তব্য সাধনে সমর্থ হইলাম কি [না] এই চিন্তা করিতেছিলাম, (গতবারে[ও] এই কারণে আমরা তাঁহার বিষয়ে কো[ন] প্রস্তাব লিখিতে সাহসী হয় নাই) এ[ম] সময় ইণ্ডিয়ান রিফর্মর আমাদিগের হ[স্ত]গত হইল। আমরা কৌতুহলাক্রান্ত হই[য়া] আগ্রহ পুরঃসর রমাপ্রসাদ রায়ের মৃ[ত্যু] বিষয়ক প্রস্তাবটী অগ্রে পাঠ করিলাম, কিন্তু পাঠ করিয়া আমাদিগের হর্ষ বিষা[দ] উভয় উপস্থিত হইল। হর্ষের কারণ এই, রমাপ্রসাদের বিষয়ে আমরা যেরূপ অ[ভি]প্রায় প্রকাশ করিয়াছি, ইণ্ডিয়ান রিফ[র্ম]রও সেইরূপ করিয়াছেন। এতদ্দ্বারা এ[ক] প্রকার প্রমাণ হইল যে রমাপ্রসাদের [বি]ষয়ে আমাদিগের যে সংস্কার আছে, তা[হা] ভ্রমাত্মক নহে। বিষাদের কারণ এই, ই[ণ্ডি]য়ান রিফর্মর চিত্তের অনুদারতা বশ[তঃ] হিন্দুপেট্রিয়টের ভূতপূর্ব সম্পাদক [বাবু] হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের স্বদেশ হি[তৈ]ষিতা গুণের অপলাপ করিয়াছেন। উ[ক্ত] পত্র ভিন্ন আর কেহ এ কথা কহে[ন না]। আমরা যত দূর জানি, তাহাতে মুক্তকণ্ঠে কহিতে পারি, এবিষয় ওঁহারে বাক্য কো[ন] ক্রমেই প্রমাণ যোগ্য নহে।

একণে কি কি আমাদিগের নিতান্ত আবশ্যক।

ভারতভূমি এক্ষণে এক অদ্ভুতপূর্ব [illegible] ধারণ করিয়াছেন: এক্ষণে দিন দিন [illegible] কবিধ পরিবর্ত নয়নগোচর হইতেছে, তাঁ[হা]র সন্তানগণ এক্ষণে নানাবিধ শুভলক্ষণ [illegible]গ করিতেছেন, কিন্তু আমাদিগের আ[illegible] এতাবৎ আন্তরিক আবশ্যক বস্তু লা[ভ] দ্বারা চরিতার্থতালাভ হয় নাই। আমরা [illegible] হইতে সৌভাগ্যদ্বীপ দর্শন করিতেছি, সম্মুখে অনেকগুলি দুরতিক্রম প্র[illegible] বন্ধক রহিয়াছে। সে সকল অতিক্রম [ক]রিয়া তথায় গমন আপাততঃ অসাধ্য [illegible]

হইতেছে বটে, কিন্তু যদি অধ্যবসায়া ঢ় হইয়া তথায় গমন চেষ্টা করা হয়, বে। সফল হইবার সম্পূর্ণ সম্ভাবনা আ ছে। স্থিরতর প্রযত্ন, উৎসাহ ও অধ্যবসা য়ের অগ্রে কি কিছু প্রতিবন্ধকরূপে দণ্ডা য়মান হইতে পারে? কাপুরুষেরাই আপ দের আশঙ্কা করিয়া পরাঙ্মুখ হয়।

অন্যে কি চেষ্টা পাইয়া আমাদিগের শ্রে সাধন করিয়া দিবে। আমরা কি অন্যের মুখ প্রতীক্ষা করিয়া রহিব? কখনই না। স মঙ্গল বিশুদ্ধ ও স্থিরতর নহে। আপ নাদিগের মঙ্গল আপনারাই চেষ্টা করিয়া লইতে হইবে। আমরা যে জাতির অধি কারে বাস করিতেছি, তাঁহাদিগের দ্বারা অনেক সাহায্য লাভ হইতে পারে সন্দেহ নাই। তাঁহারা আমাদিগকে পথ প্রদর্শন করিতে পারেন; কোন কোন বিষয়ে তাঁহারা কার্য্য দ্বারাও আমাদিগের দৃষ্টান্ত স্থল হইয়াছেন, কিন্তু তাঁহারা আমাদিগে র যাবতীয় কল্যাণ সাধন করিতে পারেন না। ভারতবর্ষ একটি ক্ষুদ্রতম প্রদেশ নহে। সমুদায় দেশের উন্নতি সাধন বিদেশীয়দি গের দ্বারা সম্পাদিত হওয়া কোন ক্রমেই সম্ভাবিত নয়।

আপনার শ্রেয়ঃসাধন আপনারই কর্ত্ত ব্য বলিয়া যখন স্থির হইল, তখন সেই শ্রেয়ঃসাধন বিষয়ে সাক্ষাৎ সম্বন্ধে কোন্ গুলি নিতান্ত আবশ্যক, তাহার বিবেচনা বিধেয় হইতেছে। কৃষি, শিল্প, বাণিজ্য শারীর ও মানস উভয়বিধ বল; এই পাঁচ টি বিষয়ের শ্রীবৃদ্ধি সাধন সর্ব্বাগ্রে আব শ্যক।

প্রথম, কৃষি। এক্ষণে গবর্ণমেণ্ট পতিত ভূমি বিক্রয় করিতেছেন। অনেক ইউরো পীয় সেই সকল ক্রয় করিতে উদ্যত হইয়াছেন। ইউরোপীয়েরা এ দেশে কৃষি কার্য্য করিয়া এ দেশীয় কৃষকদিগকে উৎ কৃষ্ট কৃষিকার্য্য প্রণালীর শিক্ষা দেন ইহা মঙ্গলের বিষয় সন্দেহ নাই। কিন্তু যদি অনুধাবন করিয়া দেখা যায়, এ দেশের ভূমি যত এ দেশীয়দিগের অধীনে থাকি য়া উৎকৃষ্ট প্রণালীতে তাহার কৃষিকার্য্য সম্পাদিত হইবে, ততই অধিকতর মঙ্গলের বিষয়। ভারতবর্ষে কৃষকের অভাব নাই; কেবল কৃষিকার্য্যের উৎকৃষ্ট প্রণালীরই অভাব; যদি এই দেশ উর্ব্বর না হইত, তাহা হইলে বর্ত্তমান কৃষকেরা অর্দ্ধেক শস্যও উৎপাদন করিতে সমর্থ হইত না। আমরা যদি কৃষিকার্য্যের উৎকৃষ্ট প্রণালী শিক্ষা করিয়া দেশের অধিকাংশ ভূমি আপনারা কর্ষণ করিতে পারি, তাহা হইলে আমাদিগের যথার্থ সৌভাগ্য লাভ হয়। নতুবা ইউরোপীয়দিগের চা, নীল অথবা তুলা ক্ষেত্রে কেবল মজুরী করিলে কৃষক দিগের এখনও যে দশা, তখনও সেই দশা থাকিবে। অপর, আমরা যদি আপনারা তুলা প্রভৃতির উৎপাদন বিষয়ে সমর্থ হই, আমাদিগের উপর ইংলণ্ডের নির্ভর ক রিতে হইবে সন্দেহ নাই। এরূপ হইলে কি আমাদিগের যুক্তিগর্ভ প্রার্থনা সকল এখনকার ন্যায় তখন অগ্রাহ্য হইবে; তখন কি আর অসার ও অপদার্থ বোধ ক রিয়া ইউরোপীয়েরা আমাদিগের প্রতি উপেক্ষা করিতে পারিবেন? এক্ষণে স্বদে শীয়দিগের নিকটে আমাদিগের জিজ্ঞা স্য এই, আমরা যদি আপনারাই ভূমির অধি কারী ও কৃষক এ উভয়ের কার্য্য নির্ব্বাহ করি, ইংলণ্ড আমাদিগের অধীনস্থ হই বেন; আর যদি নীলকর প্রভৃতির মজুরী কার্য্যে দেহক্ষয় করি, আমাদিগকে প্রত্যেক স্বার্থপর ইউরোপীয়ের দাস হইতে হইবে, ভারতবর্ষীয়েরা এই দুই উপায়ের কোন টী অবলম্বন করিতে চাহেন? ৬০৩

দ্বিতীয়, শিল্প। আমাদিগের শিল্প নৈপুণ্য বিলুপ্ত প্রায় হইয়াছে। ইংরাজ গবর্ণমেণ্টই এই লোপের কারণ। ১৮১০ অব্দের সময়ের পূর্ব্বে ঢাকা, বিক্রমপুর, বালেশ্বর প্রভৃতি প্রদেশ সকল প্রসিদ্ধ বন্দর ছিল। আমা দিগের দেশের বস্ত্র ইউরোপের অনেক প্রদেশে নীত হইত। কিন্তু [illegible] তাঁত প্রভৃতির প্রাচুর্য্য ও [illegible] দেশীয় তন্তুবায় বর্গের সুবিধা হেতু [illegible] হওয়াতে আমাদিগের দেশের বস্ত্রের [illegible] শিল্প এক কালে লোপ পাইয়াছে। বিদেশে রপ্তানী করা দূরে থাকুক, আমরা স্বদেশের জন্যও পর্য্যাপ্ত পরিমাণে বস্ত্র প্রস্তুত করি তে পারিতেছি না। সর্ব্বদাই আমাদিগের গবর্ণমেণ্ট ও অন্য অনেক ইউরোপীয় ভারত বর্ষের অর্থাগমের উপায় উদ্ভাবন এই কথার উল্লেখ করিয়া থাকেন। এই কথার যথার্থ অর্থ কি? ভারতবর্ষে প্রচুর তুলা উৎপন্ন ও বস্ত্র প্রভৃতি প্রস্তুত করিয়া পৃথি বীর সমুদায় খণ্ডে প্রেরণ করা কি ইহার মুখ্য অর্থ নয়? গবর্ণমেণ্ট ভ্রমেও কি কখন এরূপ ইচ্ছা প্রকাশ করিয়াছেন যে পূর্ব্বকে রের ন্যায় এখানে বাষ্পীয় তাঁত ও অন্য বিধ কল হয়? আমরা ইংলণ্ডের উপর বস্ত্রের জন্য নির্ভর না করি। ইংলণ্ড আমাদিগের উপরে নির্ভর করিবেন, গবর্ণমেণ্ট কি কখন এরূপ কথা মুখে আনিয়াছেন? যদি তাহা না হইল, তবে আমাদিগের যথার্থ শ্রীবৃদ্ধি কোথায়? যত দিন এতদ্দেশীয়েরা শিল্পকার্য্যে নিপুণ হইয়া এদেশে নানা বিধ দ্রব্যাদি উৎপন্ন ও প্রস্তুত করিতে না পারিবেন, তাবৎ অর্থাগমের দ্বার উদ্ঘাটিত হইয়াছে, এ কথাটী মুখে বার্ত্তা মাত্র শারে সঙ্গত হইতে পারে না।

তৃতীয়, বাণিজ্য। এক্ষণে ভারতবর্ষে ৯০ কোটি টাকার বাণিজ্য হইতেছে। কি ন্তু ইহার কত অংশ আমাদিগের দ্বারা সম্পাদিত হইতেছে? ভারতবর্ষ হইতে কয় খানি জাহাজ বিদেশে বাণিজ্য করি তে গমন করিয়া থাকে? বোম্বাইয়ের অনেক জন পারসী ব্যক্তিকে ভারতবর্ষে যথার্থ বণিক কোথায়? পারসীরাও পূর্ণ মাত্র অংশে বাণিজ্য করিতে গমন করেন না। আমাদিগের ব্যবসায়ীরা ই

...ণীয়দিগের নিকটে দ্রব্য ক্রয় করিয়া ...দেশীয়দিগকে অধিক মূল্যে বিক্রয় ক...ন। তাহাতে তাঁহারা বস্তুতঃ দূর এই ...র। বিদেশ হইতে টাকা আনিতে না ...ারিলে দেশের যথার্থ ধন বৃদ্ধি হয় না।

বাণিজ্য-বিষয়িণী প্রবৃত্তি চেষ্টা কি আ...দিগের নিতান্ত আবশ্যক নয়? রুশীয়ার প্রথম পিটর প্রজাদিগকে বাণিজ্য বিষয়ে ...বিশেষ উৎসাহ দান করিতেন; তদ্ভিন্ন তাহাদিগকে বিদেশে বাণিজ্য কার্য্য ...শিক্ষার্থ প্রেরণ করা হইত। এখানে কি ...রূপ করা হইতেছে আমরা কি চির...কাল এইরূপ অবস্থায় থাকিব? আমরা ...কি আপনারা নানা দেশে বাণিজ্য করিয়া ...দেশের ধন ও গৌরব বৃদ্ধি করিব না? ...য দেশে বাণিজ্যের সবিশেষ উন্নতি হয়, তদ্দেশীয়দিগের অতুল বল ও অতুল মা...ন হয়। আলেকজাণ্ডরকে টায়ারের স...ম্মুখে ৮ মাস কাল সেনানিবেশ করিয়া থাকিতে হইয়াছিল। তেরায়লকে জয় ক...রিতে তাঁহার যত কষ্ট না হইয়াছিল, ঐ ...নগর গ্রহণ করিতে তদপেক্ষা বহুগুণে অধিক কষ্ট হয়। বাণিজ্যের বলেই নেদরল...ণ্ডের লোকেরা স্পেনীয় দ্বিতীয় ফিলিপের ...হস্ত হইতে মুক্ত হইয়াছিল; বাণিজ্যের বলেই ইংরাজেরা ফরাসীর নেপোলিয়নের ...দমন সাধন করিয়াছেন। ভারতবর্ষের হিতৈষী পুত্রমাত্রেরই যেন এই কথা স্মরণ থাকে।

চতুর্থ, বুদ্ধিবল। যেরূপ অঙ্গ প্রত্যঙ্গ...দির বিক্ষেপ ও ব্যায়ামাদি ব্যতিরেকে শারীরিক বল ও সাহসাদিবৃদ্ধি সম্ভাবিত নয়, সেইরূপ সবিশেষ চালনা ব্যতিরেকে বুদ্ধিবলের বৃদ্ধির সম্ভাবনা নাই। বুদ্ধিবল বৃদ্ধির একমাত্র উপায় বিদ্যার সবিশেষ ...লন। এক্ষণে বিদ্যার অপেক্ষাকৃত ...আনুষঙ্গিক অনুশীলন হইতেছে, এ দেশীয় ...দিগের দৈনন্দিন বুদ্ধিবলবৃদ্ধিও দৃষ্টিগো...চর হইতেছে [illegible]...শ শিক্ষা কা...

...য্যের দোষ লক্ষিত হয়, তাহাও ক্রমশঃ সংশোধিত হইতেছে। উত্তরোত্তর তৎসংশোধনের সমধিক সম্ভাবনাও আছে।

পঞ্চম, শারীরিক বল বৃদ্ধি। এই বিষয়টিতে এ দেশীয়দিগের অত্যন্ত অসঙ্গতি আছে। সর্ব্ব প্রযত্নে এ অসঙ্গতি দূর করা নিতান্ত আবশ্যক। এ অসঙ্গতিটি যাবৎ দূরীকৃত না হইবে, তাবৎ এ দেশীয়েরা প্রকৃত মহত্ত্বলাভে সমর্থ হইবেন না। শারীরিক বলবৃদ্ধি ব্যতিরেকে সাহসাদি বৃদ্ধি সম্ভাবিত নয়। যে জাতির সাহস নাই, তাহার সত্তা বিড়ম্বনা মাত্র। এই শারীরিক বল বৃদ্ধির উপায় করা অতিশয় আবশ্যক। গবর্ণমেণ্ট ও এ দেশীয় লোক উভয়কেই তদ্বিষয়ে যত্নশীল হইতে হইবে। সে উপায় এই, গবর্ণমেণ্টের নিজের বিদ্যালয় হউক, আর সাহায্য কৃত বিদ্যালয় হউক, সর্ব্ব স্কুলেরই বালকদিগের ব্যায়াম শিক্ষার নিয়ম করিয়া দিয়া উপযুক্ত শিক্ষক নিয়োগ করিতে হইবে; বিদ্যালয়ের অন্য অন্য কার্য্যের ন্যায় ইহারও তত্ত্বাবধান ও উৎসাহাদি দান করিতে হইবে; বালকদিগের কৃতবিদ্য হইয়া বিদ্যালয় হইতে বাহির হইবার সময়ে কিছু দিন তাহাদিগকে অস্ত্র শিক্ষা দেওয়া কর্ত্তব্য। বালকেরা যদি এইরূপে শারীরিক বল সম্পন্ন, কার্য্যক্ষম ও শিক্ষিতাস্ত্র হয়, ভারতবর্ষ আর একটী নূতন শ্রী ধারণ করিবে সন্দেহ নাই। এই চেষ্টা কখন নিষ্ফল হইবে না, কয়েকটী মহৎ ফল লাভ হইবে সন্দেহ নাই। আপদ উপস্থিত হইলে এদেশীয়েরা কেবল যে আত্মরক্ষায় সমর্থ হইবেন এরূপ নহে, গবর্ণমেণ্টেরও সবিশেষ সহায়তা করিতে পারিবেন। বিশেষ লাভ এই, তখন আর ইহাঁরা ভীরু, অসার ও অপদার্থ বলিয়া উপেক্ষিত হইবেন না।

আমরা কৃষ্ণনগর হইতে নিম্ন লিখিত পত্র খানি প্রাপ্ত হইয়াছি। বক্তৃতাটী অত্যন্ত দীর্ঘ হইয়াছে বলিয়া তাহার কিয়দংশ এবং কয়েক জন স্বাক্ষরকারির নাম মাত্র প্রকটিত হইল।

পরম সম্মানাস্পদ [illegible] সোম
প্রকাশ সম্পাদক [illegible]

[illegible]

নিম্ন লিখিত [illegible] বিবরণটী, আপনার সুবর্ণোজ্জ্বল পত্রিকা[illegible]স্থান লাভ পূর্ব্বক ...মান লাভ করে এই আমার একান্ত বাসনা।—

সম্প্রতি এক দিন শ্রীযুক্ত বাবু রামতনু লাহিড়ী, শ্রীযুক্ত বাবু উমেশচন্দ্র দত্ত ও শ্রীযুক্ত বাবু দীনবন্ধু মিত্র এই কয় মহাশয় সমবেত হইয়া মৃত মহাত্মা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের স্মরণার্থ কলিকাতা নগরীতে প্রারব্ধ অট্টালিকার সাহায্য করণের মন্ত্রণা করেন। দীনবন্ধু বাবুই প্রধান সম্পাদকের ভার গ্রহণ করিয়া অকপট যত্ন সহকারে অত্রত্য মহারাজ বাহাদুরের আদেশানুসারে এক সভার অনুষ্ঠান করেন। ২৩এ জুলাই শনিবার বেলা ৫ টার সময় পবলিক লাইব্রেরিতে এই সভা সংস্থাপিত হয়। কৃষ্ণনগরস্থ বহুতর ভদ্র ব্যক্তি সমাগত হইয়া এই সভা মণ্ডপ মণ্ডিত করিয়াছিলেন। শ্রীযুক্ত বাবু তারিণীচরণ ঘোষ মহাশয় সভাপতি পদে ব্রতী হন। অনন্তর দীনবন্ধু বাবু যে বক্তৃতা দ্বারা সমাগত সভ্যগণের আয় করিয়াছিলেন তাহা নিম্নে প্রকটিত করা গেল

"হরিশ বাবু যেরূপ দেশহিতৈষী ছিলেন, হরিশ বাবু যেরূপ পরোপকারী ছিলেন, হরিশ বাবু যেরূপ সুলেখক ছিলেন, হরিশ বাবু স্বদেশের উন্নতির জন্য যে পরিশ্রম করিয়াছেন, হরিশ বাবু রায়তদিগের যে সহায়তা করিয়াছেন, তাহাতে তাঁহার স্মরণার্থ কোন চিহ্ন স্থাপন করা না করা সমান, কারণ তিনি চিরস্মরণীয়, তিনি প্রাতঃস্মরণীয়, তিনি ভুলিবার যোগ্য নন, তাঁহাকে ভুলেও ভোলা যায় না। হরিশ বাবুর স্মরণার্থে কোন অট্টালিকা প্রস্তুত হউক বা না হউক তিনি আমাদের অন্তঃকরণ অট্টালিকায় সতত বিরাজ করিতেছেন, হরিশ বাবুর স্মরণার্থে কোন মন্দির প্রতিষ্ঠিত হউক বা না হউক, তিনি আমাদের হৃদয় মন্দিরের আরাধ্য দেবতা হইয়া আছেন, হরিশ বাবুর প্রতিমূর্ত্তি কোন রাজপথে স্থাপিত হউক বা না হউক, তিনি আমাদের মানস পথে দেদীপ্যমান বর্ত্তমান আছেন। বি...

১৩০৪ ৪৭১

ভাবিকালে তাঁহার নাম বিলুপ্ত না হয় এবং সকল দেশেই এরূপ সৎ প্রথা আছে যে, দেশের হিতকারী অসাধারণ গুণসম্পন্ন মহোদয়ের পরলোক হইলে তাঁহার স্মরণার্থ তাঁহার দেশস্থ লোকে কোন চিহ্ন স্থাপন করিয়া রাখে, এই জন্য "হরিশ্চন্দ্র সমাজ" নামক সভা নিকার অনুষ্ঠান হইয়াছে ।

হরিশ্চন্দ্র শিশুকালে উপায় হীন ছিলেন । তাঁহার পিতা মাতার প্রচুর সম্পত্তি ছিল না যে তাঁহাকে সুচারুরূপে শিক্ষা দেন, কিন্তু তাঁহার অসাধারণ বুদ্ধি ছিল, তিনি প্রথমতঃ ইউনিয়ান স্কুলে বিদ্যাভ্যাস করিয়াছিলেন । তার পরে আপনি আপনার শিক্ষক হইয়াছিলেন, আপনি আপনার উপদেষ্টা হইয়াছিলেন, তিনি প্রত্যহ কলিকাতার পবলিক লাইব্রেরিতে গিয়া সকল সংবাদপত্র এবং নানাবিধ পুস্তক পাঠ করিয়া আসিতেন এবং তাহাতেই যে ভুবনবিখ্যাত বিদ্যা উপার্জন করিয়াছিলেন তাহা তাঁহার ভুবনবিখ্যাত "হিন্দুপেট্রিয়টে" সংবাদ পত্রেই প্রকাশ আছে । পিতা মাতা পরিজন প্রতিপালনের ভার তাঁহার কোমলস্কন্ধে পতিত হওয়ায় তিনি অতি অল্পবয়সে টালার নিলামে এক ক্ষুদ্র কেরাণির কর্ম্ম গ্রহণ করেন । কিন্তু সেখানে তাঁহার অধিক দিন থাকিতে হয় নাই । মিলিটারি অডিটার জেনেরেল আপীসে ২৫ টাকা বেতনের এক কর্ম্ম খালি হইলে তিনি পরীক্ষা দিয়া ঐ কর্ম্ম প্রাপ্ত হন । হরিশ্চন্দ্র ক্রমশঃ মিলিটারি অডিটার জেনেরেলের আপীসে প্রবেশ করিয়াছিলেন । এখান হইতেই তাঁহার উন্নতির সোপান হইল । তাঁহার কর্ম্ম দক্ষতা দেখিয়া তাঁহার মনিব সাহেবেরা অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন এবং যখন কর্ম্ম খালি পাইয়াছিলেন তখনই হরিশের বেতন বৃদ্ধি করিয়া দিয়াছিলেন । অতি অল্পকালের মধ্যে ঐ আপীসে হরিশের চারিশত টাকা বেতন হইয়াছিল ।

শিশুকাল হইতেই হরিশের সংবাদ পত্রে অনুরাগ ছিল, কারণ তিনি জানিতেন সংবাদ পত্রই দেশের উন্নতির মূল, সংবাদপত্রের দ্বারাই দেশের সভ্যতা সাধন হইতে পারে, সংবাদ পত্রের দ্বারাই দেশের উপকার জনক রাজনিয়মের সৃষ্টি হইতে পারে । তিনি প্রথমতঃ সংবাদ পত্রে স্বদেশের মঙ্গলজনক পত্র প্রেরণ করিতেন কিন্তু সম্পাদকেরা তাঁহার সকল পত্র ছাপিতে সাহসী হইত না, এই জন্যে তিনি বিরক্ত হইয়া আপনি নিজে একখানি সংবাদ পত্রের সৃষ্টি করিলেন, সেই সংবাদপত্রের নাম হিন্দুপেট্রিয়ট, হরিশ্চন্দ্র অর্থলাভ করিবার জন্য হিন্দুপেট্রিয়ট প্রচার করেন নাই, কেবল স্বদেশের উপকার করিবার জন্যে হিন্দুপেট্রিয়ট প্রচার করিয়াছিলেন, তিনি যখন ১০০ টাকা বেতন পান; তখনই হিন্দুপেট্রিয়টের প্রথম সৃষ্টি হয় কিন্তু তখন ঐ পত্রে মাসে ৫০ টাকা করিয়া ঘর হইতে দিতে হইত, স্বদেশ অনুরাগী হরিশ্চন্দ্র তার জন্যে একদিনের তরেও কাতর হন নাই । কাতর হবেন কেন ? তাঁহার অন্তঃকরণ অতি মহৎ, তাঁহার অন্তঃকরণ অর্থের দিকে দৃষ্টিপাত করিত না, কেবল স্বদেশের উপকারই পরমার্থ বলিয়া জানিত । হরিশ্চন্দ্র যে কাগজে লেখনী সঞ্চালন করিতে লাগিলেন সে কাগজে লোকসান কদিন থাকিতে পারে ? হরিশের লেখা যে একবার পড়ে সেই মোহিত হয় এবং তৎক্ষণাৎ তাঁহার জগৎবিখ্যাত হিন্দুপেট্রিয়টের গ্রাহক হয় । অতি অল্প দিনের মধ্যে হরিশ্চন্দ্রের হিন্দুপেট্রিয়ট হইতে ৩০০।৪০০ টাকা লাভ হইতে লাগিল । হিন্দুপেট্রিয়ট, হিন্দুবন্ধু হরিশ্চন্দ্রের লেখার কৌশলে বঙ্গদেশে অতিশয় আদরণীয় হইয়াছে । কেবল বঙ্গদেশ কেন বলিতেছি, ভারতবর্ষময় হিন্দুপেট্রিয়টের গৌরব হইয়াছে । কি মান্দ্রাজ 'কি বোম্বাই ' কি লাহোর কি আগরা, সকল স্থানেই হিন্দুপেট্রিয়টকে অতি সাহসী সংবাদ পত্র বলিয়া গণ্য করে । ইংলণ্ডেও হিন্দুপেট্রিয়টের অতিশয় আদর হইয়াছে । ইণ্ডিয়া কাউনসেলে আদর হইয়াছিল, মহাসভা পার্লিয়ামেণ্টে আদর হইয়াছিল, প্রীবি কাউনসেলে আদর হইয়াছিল । বিলাতে আবওরিজিনিস প্রোটেক্‌শন নামক এক সভা আছে, বিলাতের রাজাধীন যত দেশ আছে সেই সকল দেশের আদিম বাসেন্দা লোকদিগের উন্নতি সাধন করা সে সভার উদ্দেশ্য । হরিশের হিন্দুপেট্রিয়ট এই সভার চক্ষু হইয়াছিল হরিশ যে সকল মত প্রচার করিতেন ঐ সভার সভাগণ সেই মত অভ্রান্ত বলিয়া গ্রাহ্য করেন । কলিকাতার ব্রিটিশ ইণ্ডিয়ান এসোসিয়েসনের একণে যে গৌরব দেখিতেছেন, সে গৌরব হরিশ্চন্দ্রের লেখনীর জোরে হইয়াছে ' ব্রিটিশ ইণ্ডিয়ান এসোসিয়েসনের দ্বারা ভারতবর্ষের যে উপকার হইতেছে তাহা কাহারও অবিদিত নাই, লেপ্‌টেনেণ্ট গবর্ণরের নিকটে, গবর্ণর জেনেরেলের নিকটে, ইণ্ডিয়া কাউনসেলের সেক্রেটারির নিকটে, ব্রিটিশইণ্ডিয়ান এসোসিয়েসনের আবেদনাদি অতি আদরণীয় হইয়াছে । তাঁহারা জানেন এই ভারতবর্ষীয় সভার দ্বারা ভারতবর্ষের সমুদায় লোকের অভিপ্রায় ভারতবর্ষীয় সভাকে সন্তুষ্ট করিতে পারিলে ভারতবর্ষের সমুদায় লোক সন্তুষ্ট হইবে, তাঁহারা জানিয়াছেন এই ভারতবর্ষীয় সভা ভারতবর্ষের পার্লিয়ামেণ্ট হইয়াছে । ভারতবর্ষীয় সভার সভ্য মহোদয়েরা হরিশের বিদ্যা বুদ্ধি কৌশল রাজকার্য্যে পারদর্শিতা বিশেষরূপে জ্ঞাত ছিলেন, তাঁহারা হরিশকে পুত্রের মত স্নেহ করিতেন, কোন মহৎ বিষয় সম্পন্ন করিতে হইলে সেই তাঁহারা হরিশকে ভার দিতেন, হরিশ সে বিষয় এমনি সমাধা করিতেন তাঁহারা সকলে চমৎকৃত হইতেন এবং হরিশ দীর্ঘজীবী হউক, জগদীশ্বরের নিকটে এই প্রার্থনা করিতেন । কিন্তু ভারতবর্ষীয় সভার সভ্য গণের দুরদৃষ্ট ! তাঁহাদের কি পরিতাপ ! তাঁহারা অতি অল্প দিবসের মধ্যেই হরিশের অসাধারণ সহায়তা হইতে বঞ্চিত হইলেন ।

গত ৫৭ সালের মিউটিনির সময় যে সময় সেপাইগণ রাজ বিদ্রোহিতা করিয়াছিল সে সময় হরিশবাবু যে ক্ষমতা প্রকাশ করিয়াছিলেন তাহা আমরা কখনই ভুলিতে পারিব না । সে কথা মনে করিতে গেলে আবার অন্তঃকরণ আর্দ্র হয়, কার সভার সমুদায় লোকের অন্তঃকরণ ও ভারতবর্ষের সমুদায় লোকের অন্তঃকরণ কৃতজ্ঞতারসে আর্দ্র হয় । সেপাইদিগের অত্যাচারে ভারতবর্ষের প্রায় যাবতীয় ইংরাজলোকে রাগান্ধ হইয়া ভারতবর্ষের সমুদয় লোকের প্রাণ সংহার করিবার জন্য চীৎকার ধ্বনি করিতে লাগিলেন, তখন কাহার সাধ্য তাঁহাদের এই অসংগত মতে বিমত করে, তখন তাঁহাদের মতকে অন্যায় মত বলিলে ফাঁসি হয়, তখন তাঁহাদের বিরুদ্ধে একটা কথা কহিলে তখনি কাটিয়া ফেলে আমরা কোন কীটস্য কীট ; গবর্ণর জেনেরেল লার্ড ক্যানিং তাঁহাদের মতকে অন্যায় মত দিয়াছিলেন বলিয়া তাঁহাকে পদচ্যুত করিবার কত চেষ্টা হইয়াছিল । এই ভয়াবহ সময়ে আমাদের হরিশ্চন্দ্র, আমাদের হিন্দুবন্ধু হরিশ আমাদের সাহসী হরিশ্চন্দ্র চুপ করিয়া থাকিতে পারিলেন না । এক দিকে তিনি তাঁহার লেখনী দ্বারা স্বদেশের লোকদিগকে মাভৈঃ মাভৈঃ শব্দে সাহস দিতে লাগিলেন, আর দিকে বাণ ইংরাজদিগের মতকে খণ্ড খণ্ড করিয়া কাটিতে লাগিলেন এবং যে সমুদায় দ্বারা রাজ বিদ্বেষিতা একেবারে নিরাকৃত হইবে এবং ইংরা

জা ভারতবর্ষে সর্ব্বোপরে [illegible] তাহার প্রস্তাব করিতে লাগিলেন। আহা! হরিশ্চন্দ্র কিছুমাত্র প্রাণের শঙ্কা করিতেন না তিনি কেবল দেখিতেন কিসে স্বদেশের উপকার হইবে, তিনি স্বদেশের উপকারের কাছে তাঁহার জীবন অকিঞ্চন জ্ঞান করিতেন। তিনি বিলক্ষণ জানিতেন, সেই অত্যাচার কালে এক জন ইংরাজের বক্ষে [illegible] এই ব্যক্তি আমাদের মন্দ কথা বলেছে তবে তাঁহাকে তৎক্ষণাৎ কোন বিচার না করিয়া কোন প্রমাণ না লইয়া ফাঁসি দেয়, তা বলে কি হরিশ্চন্দ্র পিচপা হবেন, তা বলে কি হরিশ্চন্দ্র যথার্থ কথা লিখিতে সঙ্কুচিত হবেন, তিনি জানিতেন তাঁহার জীবন দিয়া দেশের যদি কিঞ্চিৎমাত্র উপকার হয় সেই তাঁর যথেষ্ট। লার্ড ক্যানিং মহোদয়, এই সময়ে হিন্দুপেট্রিয়ট সংবাদ পত্রকে অতিশয় আদর করিতেন, তিনি রাগান্ধ হন নাই, তাঁহার মহৎ অন্তঃকরণ চঞ্চল হয় নাই। তিনি তাঁহার মহামুভব সুপ্রিম কাউন্সেলের সভ্যগণের পরামর্শ যেরূপ শুনিতেন সেইরূপ হিন্দুপেট্রিয়ট সংবাদ পত্রের পরামর্শও শুনিতেন, তিনি তাঁহার সভার সভ্য গণের দ্বারা যেরূপ উপকৃত হইয়াছিলেন, সেই রূপ হরিশ্চন্দ্রের হিন্দুপেট্রিয়ট পত্রদ্বারা উপকৃত হইয়াছিলেন। লার্ড ক্যানিং প্রতীক্ষা করিয়া থাকিতেন হরিশ্চন্দ্র আগামি বারে কি লেখেন। এক দিবস হিন্দুপেট্রিয়ট পৌঁছিবার সময় অতীত হইয়া গেল হিন্দুপেট্রিয়ট না আসাতে লার্ড ক্যানিং ব্যস্ত হইয়া তাঁহার প্রাইবেট সেক্রেটারিকে বলিলেন এখন পর্য্যন্ত হিন্দুপেট্রিয়ট পাইলাম না ইহার কারণ কি? প্রাইবেট সেক্রেটারি এই কথা তৎক্ষণাৎ হিন্দুপেট্রিয়ট সম্পাদককে লিখিলেন এবং অবিলম্বে হিন্দুপেট্রিয়ট ক্যানিং মহোদয়ের হস্তগত হইল। সেটনকর ও লার্ড ক্যানিং সাহেবের [illegible] এবং আমাদের [illegible] জন্যে আমরা অন্যায় অপমৃত্যু হইতে রক্ষিত হইয়াছি। হরিশ্চন্দ্র আমাদের দেশের [illegible] তকরিয়াছেন, আমরা কি তাঁহার স্মরণার্থ কিঞ্চিৎকর কিছু অর্থদান করিতে পারিব না [illegible] সভায় [illegible], অর্থদান করিতে পারিব কি না [illegible] বলিয়া জিজ্ঞাসা করা আমার অন্যায় [illegible] হরিশ্চন্দ্রের নাম মাত্রে আমাদের প্রাণ [illegible] হয় যখন কলিকাতার সভার কথা শুনিবামাত্র [illegible] আমাদের লোকে আমন্ত্রিত হইলেন এবং উৎসাহ প্রফুল্ল হৃদয়ে সভায় আগমন করিয়াছেন তাঁহারা যে উদ্দেশে সভা হইয়াছে তাহা সুসম্পন্ন হইবে তাহার সন্দেহ কি।

দীনবন্ধু বাবুর এই রূপ কারুণ্যরসাশ্রিত বক্তৃতাশ্রবণে সভাস্থ যাবতীয় লোক মুগ্ধ আর্দ্র ও সজল লোচন হইয়া উঠিলেন। অনন্তর স্ব স্ব শক্তি অনুসারে যিনি যাহা প্রদান করিয়াছিলেন তাঁহাদিগের নাম নিম্নে নির্দ্দিষ্ট হইল।

মহারাজ সতীশচন্দ্র রায় বাহাদুর	১০০
বাবু তারিণীপ্রসাদ সেন	১০০
পূর্ণ প্রসাদ রায়	৫০
রামগোপাল মুখোপাধ্যায়	৫০
উমা চরণ মুখোপাধ্যায়	৫০
রামগোপাল মিত্র	৫০
উমেশচন্দ্র দত্ত	৫০
দীনবন্ধু মিত্র	৩০
এলসী ও মথুরাপুরের প্রজাগণ	২৮
যদুনাথ রায়	২৫
মহেশচন্দ্র পাল	২৫
অক্ষয়চরণ চট্টোপাধ্যায়	২৫
দ্বারকানাথ দে	২৫
কার্ত্তিকচন্দ্র বাগ	২৫
ব্রজকুমার মল্লিক	২৫
লালমোহন ঘোষ	১৫
গোপীনাথ বসু	১০
প্রভৃতি	
মোট	১০৪১।০

কস্যচিৎ কৃষ্ণনগরবাসিনঃ

বিবিধ সংবাদ।

২৭এ শ্রাবণ সোমবার।

বোম্বাইয়ের ছোট আদালতের একতমে পীর বিচারপতি তত্রত্য প্রধানতম বিচারালয়ে যাইতেছেন। আমরা শুনিলাম রমাপ্রসাদ বাবুর মৃত্যু হওয়াতে বাবু হরচন্দ্র ঘোষ কলিকাতার প্রধানতম বিচারালয়ের বিচারপতি হইবেন। এই সম্বাদটী সত্য হয় আমাদিগের প্রার্থনীয়।

লণ্ডনস্থ শিল্প প্রদর্শনগৃহ দেখিবার নিমিত্ত এক্ষণে প্রত্যহ প্রায় ৩০০০০ লোক গমন করিয়া থাকেন। টিকিটে বিস্তর টাকা লাভ হইতেছে। প্রদর্শনগৃহে একটি উৎস আছে, তাহা হইতে সর্ব্বদা সুগন্ধ বারি বিনির্গত হয়, অনেকে তদ্দর্শনার্থই সবিশেষ কৌতূহলাক্রান্ত হইয়াছেন। সম্রাট নেপোলিয়ন তদ্দর্শনার্থী হইয়া আসিতেছেন।

মাঞ্চেষ্টরে এক্ষণে ২,৫০,০০০ বস্তা মাত্র তুলা আছে। তাহা অতি শীঘ্রই ব্যয় প্রাপ্ত হইবে সন্দেহ নাই। এবার হয় মজুরদিগকে অনাহারে থাকিতে হইবে, নচেৎ আমেরিকার যুদ্ধ বন্ধ করিতে হইবে। ইংলণ্ড ও ফ্রান্স মধ্যবর্ত্তী হইয়া মৃদু উপায় দ্বারা আমেরিকার যুদ্ধের মীমাংসা করিয়া না দেন কেন?

ইংলিসমান শ্রবণ করিয়াছেন, হায়দরাবাদের রেসিডেন্ট কর্ণেল ডেবিডসনের মৃত্যু হইয়াছে। কর্ণেল ডেবিডসন এক জন উপযুক্ত সাক্ষিবিপ্রহিক ছিলেন। তিনি ন্যায় পথে জলাঞ্জলি দিয়া খ্রীষ্টিয়ানদিগের মনোরঞ্জন করেন নাই বলিয়া ঐ দলের প্রিয়পাত্র হইতে পারেন নাই।

সিন্ধু নদের মুখভাগে পঞ্জাবী সেনার কয়েক শতকে কর্ম্ম করাইয়া লওয়া হইতেছে। এক জন নায়ক আর কয়েক জন সিপাহী তাহাদিগকে "কুলি" প্রভৃতি ঘৃণাসূচক বাক্যে বিদ্রূপ করাতে নায়ককে অধঃপদে নিয়োজিত ও সিপাহীদিগকে যথোচিত তিরস্কার করা হইয়াছে। শিক্ষাপের ভয় না থাকিলে এদেশীয়েরা কত দিন অনেক স্থল-কার্য্য পরিত্যাগ করিতেন সন্দেহ নাই। বিদ্রূপকারীদিগের গুরু দণ্ড বিধান দ্বারা উহার নিবারণ নিতান্ত আবশ্যক।

ফিনিক্সের আলাহাবাদস্থ সংবাদদাতা বলেন, অতিশয় বৃষ্টি হওয়াতে যমুনার সেতু নির্ম্মাণ কার্য্য বন্ধ রহিয়াছে। তাহার তিনটি মাত্র খিলান হইয়াছে। এই সেতু হইলে এককালে হাবড়া হইতে আগরা পর্য্যন্ত বাষ্পীয় শকট চলিবে।

উক্ত পত্রের গোয়ালিয়ার সংবাদদাতা বলেন, তত্রত্য রাজা যোগেন্দ্রনারায়ণ রায়ের সম্পত্তি কোর্ট অব ওয়ার্ডের অধীনস্থ হইল। রাজার ভূতপূর্ব্ব দেওয়ান জমীদারীর সরবরাহ করিবেন কথা হইতেছে। যেন ওয়াটসন পুনর্ব্বার ঐ জমীদারিতে প্রবেশ করিতে না পারেন।

বারাসতের নিকটবর্ত্তী কদমগাছি গ্রামের যদুনাথ বন্দ্যোপাধ্যায় নামক এক যুবক খৃষ্টীয় ধর্ম্ম অবলম্বন করিয়াছেন। ঐ বালকটি বারাসতের বিদ্যালয়ে অধ্যয়ন করিতেন। কিছু দিন হইল ঐ বিদ্যালয়ের এক জন প্রতিনিধি শিক্ষক হন। তাঁহার অধিক পড়া শুনা হয়

ই হিন্দু ও খৃষ্টীয় উভয় পর্ম্মেরই কিছু আ- ন না। যদি জনরব সত্য হয়, একটি খৃষ্টীয় বতির পাণি গ্রহণের ইচ্ছাই তাঁহার হিন্দু র্ম ত্যাগের কারণ। ইহা সত্য হউক বা না হউক অনেক যুবক অনভিজ্ঞ অবস্থাতেই খৃষ্টী- ন হইয়া থাকেন, একথা অসত্য নহে। খি- নরিরা এবিষয়ে দৃষ্টি রাখিবেন, নচেৎ তাঁ দিগের ধর্ম্মের ও সদভিপ্রায়ের অবমান- হইবে।

লাহোর ক্রনিকেল বলেন, দেরাগাজি খাঁর ধে বৃষ্টি হওয়াতে শস্যের বিলক্ষণ সুবিধা ইয়াছে। কিন্তু জলপ্লাবনে অনেক গৃহাদি ষ্ট করিয়াছে।

দিল্লী গেজেট বলেন গোলাম নবি খাঁ মক এক জন বিদ্রোহীর বিচার হইয়া পাঁচ সর কারাবাসের আদেশ হইয়াছে। ঐ ক্তি ভূতপূর্ব্ব নবাবের উকীল ছিলেন।

অযোধ্যা গেজেটে কানপুরের সংবাদ তা বলেন, তথায় একটি ইউরোপীয় বালি র পাণিগ্রহণার্থী হইয়া অনেক " সদ্বংশ ীয় " ব্যক্তি অনেক চেষ্টা পান বালিকাটি তি সুন্দরী কিন্তু সে কাহারও মনোনীত ন নাই। পরিশেষে এক দিবস মৃত্যুকালে কাশিত হইল, এক জন নীচ কার্য্যকারী খানা সৈনিক পুরুষ তাহার প্রণয়ভাজন য়াছে। বালিকার পিতা মাতা তাহাকে প্রকার অনুচিত নীচগামি প্রেম পরিত্যাগ রিতে অনুরোধ করেন কিন্তু সে কিছুতেই মত না হইয়া পরিশেষে প্রিয়জনের সহিত লায়ন করিয়া তাহাকে বিবাহ করিয়াছে। কণে তাহাকে ধৃত করা হইয়াছে। বালি টির বয়ঃক্রম ১৫ বৎসর মাত্র অতএব বয়ঃপ্রাপ্ত হয় নাই। দণ্ডবিধির অনু রে সৈনিক পুরুষের সাত বৎসর কারা- ন হইতে পারে। সে এক্ষণে রুদ্ধ আছে বং তাহার প্রথম বিচার তত্রত্য কান্টোন- ন্ট জাইণ্ট মাজিষ্ট্রেটের নিকটে হইতেছে। রম বুক শীল মানে না, তন্নিমিত্ত আমরা ন্তুষ্ট নহি। আমাদিগের ইচ্ছা ছিল ঐ বালি- কে এইরূপে উদ্ধার করিয়া তাহার অন্য ত্ব পতির সহিত বিচ্ছেদ করাইয়া যদি অন্য ত্রের হস্তগত করা হয় ধর্ম্মানুসারে দোষ া হইবে কি না?

পরিদর্শক বলেন, বড়বাজারের ১৫৫ নং বাটীতে বেকড়ি নামে এক জন সার্জ্জন বাস করিত। ঐ ব্যক্তির নিকট এক মাসের ভাড়া পাওনা হইলে সে তাহা না দেওয়াতে তাহাকে বাটী ত্যাগ করিতে হয়। সে বৈরনির্য্যাতনার্থী হইয়া মিউনিসিপাল কমিসনরদিগের নিকটে জানায় যে ঐ বাটী অত্যন্ত জীর্ণ হইয়াছে। তন্নিমিত্ত তাহা ভগ্ন করা হয়। বাটীর অধিকারী নালীশ করাতে প্রধানতম বিচারালয় মিউনিসিপাল কমিসনরদিগকে ৮০০ টাকা ক্ষতিপূরণ ও উভয় পক্ষের মোকদ্দমার ব্যয় দিবার আজ্ঞা করিয়াছেন। তাঁহাদিগের নিজের টাকা দিবার আদেশ হইয়াছে ত? তাঁহারা কলিকাতাবাসিদিগের টাকা লইয়া যেন শাস্তি না দেন না।

ঢাকা প্রকাশের এক জন পত্র প্রেরক নিম্ন চৌকির লোকদিগের অত্যাচারের বিষয় লিখিয়াছেন। এই কর্ম্মচারিরা বিশেষতঃ পোদ্দারা অত্যাচার করে। কয়েক বৎসর পূর্ব্বে তাহারা বাবাসতের চতুঃপার্শ্বস্থিত গ্রামে ভয়ানক অত্যাচার করিত কিন্তু কৃষ কেরা কয়েকবার নালীশ ও মধ্যে মধ্যে অকস্মাৎ প্রহার করিয়া তাহাদিগকে শান্ত করিয়াছে। পূর্ব্ব বাঙ্গালায় এপ্রকার করিলে হয় না?

উক্ত পত্র প্রকাশ করিয়াছেন কুমিল্লার অনতিদূরবর্ত্তী কুমারডাঙ্গার নীলকুঠীতে এক ব্যক্তিকে অত্যন্তকাল গুদামে বদ্ধ রাখা হয়। সে কোন কৌশলে পলায়ন করিয়া নালীশ করাতে কুঠির গমস্তা ও কয়েকজন খালাসীর এক শত টাকা করিয়া অর্থদণ্ড হইয়াছে। এপ্রকার গুরুতর দোষের এই দণ্ড! নীলের কোম্পানির আইন এইরূপ নাকি?

উক্ত পত্র প্রকাশ পাইতেছে, ঢাকার চোরেরা কোম্পানির বাবুদিগকে আটক করিয়া চুরি করিতে আরম্ভ করিয়াছে। তবে বিদ্বান চোর বল!

ডিরেক্টর শিক্ষাসংক্রান্ত ডিপার্টমেন্টের প্রতি গবর্ণমেন্টের অমনোযোগিতার বিষয় প্রদর্শন করিয়া আক্ষেপ করিয়াছেন। ভারতবর্ষীয় সভাও এদেশীয়দিগের শিক্ষা কার্য্যে তাদৃশ মনোযোগী নহেন। তাঁহারা মনোযোগী হইলে এ ডিপার্টমেন্টের অনেক দোষ সংশোধন হইতে পারে।

২১ এ শ্রাবণ কলিকাতা।

বণিক সম্প্রদায় টেলিগ্রাফযোগে নিম্নলিখিত ইউরোপীয় সমাচার প্রাপ্ত হইয়াছেন।

লণ্ডন ১৭ ই জুলাই। ইংলণ্ডীয় দুর্গ সকল দৃঢ়তর করিবার বিল কমন্স সভায় গ্রাহ্য হইয়াছে।

রুসীয়েরা বিক্টর ইমানিউএলকে ইটালির রাজা বলিয়া স্বীকার করিয়াছেন।

সর চার্লস উড লেখ সাহেবের আয় ব্যয়ের হিসাবের প্রতি দোষারোপ করাতে তিনি স্বীয় পদ ত্যাগ করিয়াছেন।

নিউইয়র্ক ১৭ই জুলাই। রিচমণ্ডের নিকটে কয়েকটি ভয়ানক যুদ্ধ হইয়াছে। ২৬এ জুন অবধি সাতদিন পর্য্যন্ত যুদ্ধ হয়। এই যুদ্ধের শেষে মাক্লিলনকে পরাজিত হইয়া ৮॥ ক্রোশ পশ্চাদ্গমন করিতে হইয়াছে। তাঁহার কতক যুদ্ধদ্রব্য, ২৫ টি কামান ও অনেক সৈন্য বিপক্ষহস্তে পতিত হইয়াছে।

গবর্ণমেন্টের সেনারা জেমস নদের দিকটে কামানের জাহাজের দ্বারা আত্ম রক্ষা করিয়া পশ্চাদ্গমন করিয়াছে।

সভাপতি লিঙ্কন আর তিন লক্ষ সৈন্য চাহিয়াছেন। চার্লসটনের আক্রমণ ত্যাগ করা হইয়াছে।

ফ্রেণ্ড শ্রবণ করিয়াছেন ফিরোজশাহ যথার্থই সুলতান জানের শিবিরে অবস্থিতি করিতেছেন। ইহার পূর্ব্বে ফিরোজশাহ সেপাহী যুদ্ধে হত হইয়াছেন জনরব শুনা গিয়াছিল। দুই শত বৎসর পূর্ব্বে ইংলণ্ডের লোকদিগের এইরূপ বিশ্বাস ছিল, ডাইনের শিকারের মধ্যে জীবন আছে। ফিরোজ শাহ সেই এক প্রকার বিকাল হইবেন!!!

উক্ত পত্রের এক জন পত্র প্রেরক বলেন, ভারতবর্ষে যেরূপ ধারে দ্রব্য বিক্রয়ের রীতি আছে, এরূপ আর কোন স্থানে নাই। কলিকাতার বাবতীয় ইউরোপীয় ও ফিরিঙ্গি বাবু আড়ম্বর দেখাইবার নিমিত্ত কর্জ্জ করিয়া বড় মানুষী করেন। এই অনিষ্ট নিবারণার্থ পত্র প্রেরক ধারে দ্রব্য বিক্রয়ের প্রথা উঠাইয়া দিবার প্রস্তাব করিয়াছেন। আপনি সাবধান না হইয়া ধারের দোষ দিলে কি হইবে?

উক্ত পত্র উক্ত পণ্ডিতগণের ভিন্নমত বন্দোপাধ্যায়ের প্রতিবাদ করিয়াছেন।

মতে এই বন্দোবস্ত দ্বারা গবর্ণমেণ্টের ক্ষতি হইবে। ফিনিক্স ও টাইমস অব ইণ্ডিয়া উক্ত স্রেই এই ভ্রমে পতিত হইয়াছেন। ভূমির শস্য বৃদ্ধি নিবন্ধন বাণিজ্য বৃদ্ধি কি সাধারণ ভাণ্ডারের ও দেশের উপকারের হেতু নহে?

সিন্ধুদেশীয় আউধার পেপার বলেন, নও সেরার এক জন মুসলমান রাজস্ব সংক্রান্ত কর্ম্মচারী তত্রত্য হিন্দুদিগের উপর অত্যন্ত অত্যাচার আরম্ভ করিয়াছে। তাহাদিগের বাটীতে ও কূপের নিকটে গোমাংস রাখিয়া দেয়। কোন মুসলমানের নামে কোন হিন্দু নালীশ করিলে তাহা গ্রাহ্য হয় না। মধ্যে মধ্যে দুই এক সহস্র মুসলমান হিন্দুদিগের বাটী লুঠ করিয়া নানা প্রকার অপমান করিয়া থাকে। প্রায় ৩০০ হিন্দু একত্র হইয়া তাহার নামে নালীশ করিয়াছেন। এই ব্যক্তি গুজরাটের লোক। একজন সিবিলিয়ানের সাহায্যে এই কর্ম্ম পাইয়া তাঁহার ভরসায় তাহার এইরূপ অত্যাচারকারিতা বৃদ্ধি হইয়াছে। নীলকরগণের যে এত অত্যাচার দেখা যায়, অনেক স্থলে সিবিলিয়ানের সাহায্য তাহার অন্যতর প্রধান কারণ বলিয়া পরিগণিত হয়।

উক্ত পত্র শ্রবণ করিয়াছেন সর বার্টল ফিয়ার শীঘ্র সিন্ধুদেশ দর্শন করিবেন। গ্রাণ্ট সাহেব যেরূপ নদীয়া ও যশোহরের লোকের ও বীডন সাহেব ভাগলপুরের লোকের প্রিয় পাত্র হইয়াছেন, সর বার্টল ফ্রিয়ারও সেইরূপ সিন্ধুদেশের প্রিয় হইয়াছেন।

নিম্নলিখিত ইউরোপীয় আফিসর ও সেনগণ ইংলণ্ড হইতে ভারতবর্ষে আসিতেছে:-

	আফিসর	সেনা
বঙ্গদেশে	৪৫	২৪১৬
মান্দ্রাজে	৮	৭০০
বোম্বাইয়ে	২৫	১[illegible]৩৭
করাচিতে	৮	৭০০
মোট	৮৬	[illegible]

এস্থলে জিজ্ঞাস্য হইতেছে ভারতবর্ষে এ সেনার প্রয়োজন আছে কি না? আমরা সেদিনেও শুনিয়াছিলাম এখনে ইউরোপীয় সেনার আর আবশ্যক নাই। আমরা সহসা গার্ডের হস্তরোধে সমর্থ হইব?

ফিনান সাহেব নামক এক ব্যক্তি এখন ... জন কুণ্ডারীর ...

শেষতঃ ডগলাস সাহেবের অমনোযোগিতা ও অযোগ্যতার বিষয়ে প্রধান বিচারপতির নিকটে এক আবেদন করেন। গত শনিবারে সেউলিয়াদিগের বিচার হইবার সময়ে সর মর্ডাণ্ট ওয়েলস্ তাঁহাকে প্রমাণ দিতে বলিয়াছেন। ডগলাস সাহেব অনুপস্থিত, তথাপি সর মর্ডাণ্ট ওয়েলস্ হিসাবের প্রমাণ গ্রহণ করিবেন আগামি শনিবার এ বিষয় স্থির হইবে।

ঢাকাবার্ত্তা প্রকাশিকা বলেন তত্রত্য জজ আমলাগণের উৎকোচ লওয়া বন্ধ করিবার চেষ্টায় আছেন। যাবতীয় পুরাতন কর্ম্মচারীকে পেন্সন দিয়া বিদায় না দিলে এবং অধিকতর বেতনে কৃতবিদ্য লোকদিগকে নিযুক্ত না করিলে এ চেষ্টা বৃথা হইবে।

২২এ শ্রাবণ বুধবার।

সম্প্রতি বাঙ্গালোরের এক জন সিবিলিয়ানের কন্যার বিবাহ সময়ে এক গ্রামে এরূপ জনরব হয় যে ১২টি মাড় দুই বালককে বলি দেওয়া হইবে। তন্নিমিত্ত তত্রত্য যাবতীয় লোক বনে পলায়ন করে। বিলম্ব হইলে তাহারা গৃহে প্রত্যাগমন করিয়াছে। ইংরাজেরা যে কিরূপ লোক, এতদ্দেশীয় লোকের অদ্যাপি তাহা জানিতে পারিলেনা, তথাপিও আমাদিগের রাজপুরুষেরা উৎকৃষ্ট প্রণালীতে সাধারণের শিক্ষাদান চেষ্টা করিবেন না। এই বিষয়ে তাঁহাদিগের যত মিতব্যয়িতা অনায়াসলভ্য গুরুমহাশয়দিগের উপরেই তাঁহাদিগের আগে দৃষ্টি পড়ে।

ঢাকার ইউরেশিয়ান রেজিমেণ্টের লেপ্টনণ্ট মাকনেয়রকে কোন অপরাধে বন্দী করিয়া কলিকাতার সামরিক বিচারালয়ে বিচারের জন্য আনীত হয়। তিনি কারাগার হইতে পলায়ন করিয়াছেন। এখন কি কারাগারের প্রাচীর এত অশক্ত হইয়াছে? প্রহরী আছে সন্দেহ নাই।

ভূপাল হইতে সংবাদ আসিয়াছে তত্রত্য একটি বিধবাকে তাঁহার কনিষ্ঠার তাহার মৃত পতির জলচিতায় আরোহণ করান হইয়াছে। তাহার দুটবেরা ধৃত হইয়াছে।

শুনা গেল, ৪ঠা আগষ্ট বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের মোকদ্দমা প্রিবি কৌন্সিলে উপস্থিত হইবার কথা আছে।

ইণ্ডিয়ান ফ্রেণ্ড বলেন বোম্বাইয়ের শিক্ষাকার্য্যের ডিরেক্টর ছাত্রদিগকে ... গৃহে প্রবেশ করিতে দেন না। শিক্ষার গুণে ছাত্রদিগের মনোমালিন্য দূর হইয়া পাছে সর্ব্বত্র সমব্যবহার প্রবৃত্তি জন্মে, এই ভয়ে কি উক্ত ডিরেক্টর ছাত্রদিগকে যাইতে দেন না? শিক্ষা সংক্রান্ত কার্য্যের ডিরেক্টরের ইহা শোভা পায় বটে

ডাক কর্ম্মচারিরা মধ্যে মধ্যে সামান্য পামফ্লেট সকল ও পুস্তকের ডাকে প্রেরণ করেন না। তন্নিমিত্ত অনেকের অসুবিধা হয়। সম্প্রতি পোষ্টমাষ্টর জেনরল সাহেব আজ্ঞা দিয়াছেন, অতঃপর স্থান যে কোন পুস্তক হইবে, তাহা সংবাদ পত্রের ডাকে প্রেরণ করা হইবে এই আজ্ঞাটী প্রতিপালিত হয়, এই আমাদিগের মনোরথ।

ফিনিক্স পত্র বলেন, ত্রিপুরার রাজার মৃত্যু হইয়াছে। এই রাজা অতিশয় ইন্দ্রিয়পরায়ণ সুরাসক্ত ছিলেন। একজন গোস্বামী রাজ্য শাসন ও প্রজাপীড়ন করিয়া আসিতেছেন।

উক্ত পত্র আরও বলেন ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট রাজা প্রসন্ন নারায়ণ দেবকে মুরশিদাবাদের নবাবের নিকট হিসাব দিবার আজ্ঞা দিয়াছেন। আমাদিগের বরাবর এই আশঙ্কা জ্ঞান হইতেছিল, প্রসন্ন নারায়ণ ভৃত্য হইয়া নবাবের উপর এত ক্ষমতা প্রকাশ করিতে কিরূপে সাহসী হইলেন?

মহারাষ্ট্রীয় ইন্দুপ্রকাশ বাবু তারকনাথ সেনের ২৪ পরগণার প্রতিনিধি জজের পদাভিষেকের বিষয়ে বিশেষ আহ্লাদ প্রকাশ করিয়া বোম্বাই গবর্ণমেণ্টকে বঙ্গদেশীয় গবর্ণমেণ্টের অনুসরণ করিতে অনুরোধ করিয়াছেন। তিনি বলেন এতদ্দেশীয়দিগকে উচ্চতর পদ দিবার বিষয়ে মোগলেরা ইংরাজদিগের অপেক্ষা অধিক বদান্যতা প্রকাশ করিয়াছেন। ইংরাজদিগের অদ্যাপিও আকবারের ন্যায় শাসন প্রণালী শিক্ষা করিতে বাকী আছে।

মীটএর পোষ্টমাষ্টর কাপ্তেন ফেণ্টন বিচারে দোষী হইয়া পলায়ন করিয়াছেন। সেনাদলে একণে বড় বড় লোকের আবির্ভাব দেখা যাইতেছে।

রেঙ্গুন টাইম্স্ বাহাদুরশাহের একটী পুত্র... রোবের কথা লিখিয়াছেন। একজন সাহেব... পীড়ার ছল করাতে তাহাকে চিকিৎসালয়ের... প্রবণ করিবার আজ্ঞা হয়। সে তাহা অগ্রা... করিয়া কয়েক জন সহচরের সাহায্য দ্বি... জন আফিসারকে হত ও রুগ্ন করে। তদু হ... তে কয়েক জন ইউরোপীয় সেনা আসিয়া... আফিসরদিগকে মুক্ত ও বিদ্রোহীদিগকে রুদ্ধ... রিয়াছে। এই সংবাদ যদি যথার্থ হয় দে... যাইতেছে, কর্ম্মচারিদিগের পরস্পরের... পদে একটী শাসন শৃঙ্খলা আছে তাহা... ক্রমে ক্ষয় হইতেছে।

কয়েকজন বিদ্রোহী ভুটানের নিকটে ধৃত হইয়াছে। তাহারা মণিপুরের রাজা চন্দ্রকীর্ত্তি... কে পদচ্যুত করিতে আসিয়া আপনারা... ধৃত হইয়াছে। আমরা বোধকরি তাহারা... চট্টগ্রামের বিদ্রোহী সিপাহী।

শুনা গেল গঙ্গামণী দাসী (রাসমণির কন্যা) ...নাইব পাড়ার বিদ্যালয়ের জন্য প্রতিমাসে ...২ টাকা চাঁদা দিবেন অঙ্গীকার করিয়াছেন। ...রাণী স্বর্ণময়ী পদ্মমণী প্রভৃতি কয়েক জন স্ত্রী... লোক বিদ্যা বিষয়ে সবিশেষ উৎসাহ দিতে... ছেন।

২৩এ শ্রাবণ বৃহস্পতিবার।

কাশিম সুবিখ্যাত বিদ্রোহী ও দস্যু গণে... সিংহ হত হইয়াছে। কাপ্তেন ওয়ার্ড হঠাৎ তাহাকে আক্রমণ করিয়া কয়েক জন সহচর ...সহিত বধ করিয়াছেন।

হায়দরাবাদের নবাব স্বীয় রাজ্য চালাইবার ...উপক্রম করিতেছেন। তাঁহার বেগম ও রা... ...দিগের জন্য নূতন ঢাঁচের অবিকল রৌপ্য ...প্রতিরূপ করা হইয়াছে।

...লার অল্প দক্ষিণে গুলাব চাষের আজ্ঞা ...দিয়াছেন।

মরিসসে এক্ষণে ৩, ৭,০০০ লোক আছে। ...তাহার মধ্যে ২,২৫,০০০ ভারতবর্ষীয়। তথায় ...,০০০ মাত্র জন্ম গ্রহণ করিয়াছে। ফলতঃ ...উপনি বেশিকের সংখ্যাই অধিক।

...ত্তর পশ্চিমাঞ্চল পঞ্জাবে গত বৎসরে ...মধ্যে ১,০৭,৭৫,০০০ টাকা শুল্ক স্ব... ...রূপ আদায় হইয়াছে। পূর্ব্ব বৎসর অপেক্ষা ...৮ লক্ষ টাকা অধিক দেখা যাইতেছে। বে...

...ইলওয়েকে যত লইবে তাহা আমাদিগের ...জানিতে বাকি।

কাপ্তেন প্যালিস বোম্বাইনগরে মৃত হইয়াছেন। ঋণের দায়ে তিনি পলাতক হইয়াছিলেন।

ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট কিস্কি উপদ্বীপ সমূহের রাজত্ব লইতে অসম্মত হইয়াছেন। ফ্রান্সের এই এক সুযোগ।

কাণ্ট্রাক্ট আইন ক্রমশঃ অল্পে অল্পে প্রচলিত হইতেছে। ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা শীঘ্র মধ্য ভারতবর্ষীয় পবলিক ওয়ার্ক ও রেইলওয়ের মজুরদিগের নিমিত্ত এই প্রকার একটি আইন করিবেন। সর্ব্বসাধারণ দাবি ...সেন ইহা মুচের অগ্র... শেষে বাকি আছে।

কোন ব্যক্তি বলেন "শ্রীযুক্ত জিকারীর ক... দল ইউরোপীয় দোষী ব্যক্তির প্রধান সকলা... রী নহেন? যেহেতু তিনি কলিকাতায় আসিবার পূর্ব্বে অনেক জন ব্যক্তি আবেদন করিয়াছেন তাহার প্রথম বিচার যেন যশোহরে না হয়। কেন তা জান? যশোহরে হইলে অনেক অপকৃষ্টীয় প্রমাণ পাওয়া যাইবে।

গত শুক্রবার শ্রীরামপুরের নিকটে ডাঞ্চা ইণ্ডি কমিসনরের অধীনস্থ এক খানি বাষ্পীয় নৌকার বইলর ফাটিয়া অগ্নিযোগকের মৃত্যু হইয়াছে।

এরূপ জনশ্রুতি প্রিন্স অব ওয়েলস আগামি শীতকালে ভারতবর্ষ দর্শন করিতে আসিবেন। আশা করিবা সন্দেহ নাই।

শ্রীরামপুরের ষ্টেসন মাষ্টর বাঙ্গালি (এক জন ফিরিঙ্গি) ৩০০ টাকা লইয়া ২২০, টাকা তছরূপ করিয়া পলায়ন করিয়া সম্প্রতি ধৃত হইয়াছে। শ্রী... এক সংবাদ পত্র বলেন "উক্ত ফিরিঙ্গি ৮০ টাকা মাত্র বেতন দেওয়াতে সে এই কার্য্য করিয়াছে। অতএব রেইলওয়ে কোম্পানিরই দোষ বলিতে হইবে।" ভারতবর্ষীয়দিগের "বেলাট" "অসভ্যতা" "জালকারিতা" প্রভৃতিবাহির হইয়া পড়ে!!

বঙ্গদেশীয় ব্যাঙ্কের অধ্যক্ষেরা উক্ত দলের সেক্রেটারি ডিকিন্সন সাহেবকে ১৫০০ গিনি পুরস্কার দিয়াছেন। এই পুরস্কার যোগ্য পাত্রে প্রদত্ত হইয়াছে।

মান্দ্রাজ এথিনিয়ম বলেন, "ভাঙ্গোরো... রাজার সমুদায় অলঙ্কারাদি উত্তরাধিকার... হইবে। কেবল কয়েকটি হীরক রাখা হইতে... ছে। কেন? সে গুলি ভাল বলিয়া না কি? ...লইতে হইলে সকল লওয়া কর্ত্তব্য, অন্যথা ...অতিশয় নীচাশয়তা প্রকাশ হয়।

ইউনিয়ন ক্লবের মৃত্যু হইয়াছে। এই স... ...তা ইউরোপীয় ও এতদ্দেশীয়দিগের সৌহ... ...দ্য বর্দ্ধনের জন্য হয়। কিন্তু সে কার্য্য সিদ্ধ হইল না। আমাদিগের জাত্যভিমান ও ইউরোপীয়দিগের অহংকার না কমিলে পরস্পরের মিলন হইবে না।

মফস্বলাইট শ্রবণ করিয়াছেন পেশোয়ারে...র সেনাপতি সর সিডনি কটন স্বীয় পদ ত্যা...গ করিতেছেন।

কাবুল হইতে সংবাদ আসিয়াছে আমীর দোস্ত মহম্মদ হেরাটের ৭৫ ক্রোশ দূরে অব...স্থিতি করিতেছেন।

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া বলেন "এক শত বৎসর ...ইলে বাঙ্গালীরা সমুদায় পুস্তক দেখিয়া এক... কালে ধ্বংস হইবেন।" আমাদিগের বর্ত্তমান ভীরুস্বভাব অনৈক্যতা ও কুসংস্কারের বিষয় বিবেচনা করিলে একথা অসঙ্গত বোধ হয় না।

গত কল্য একচেঞ্জ গৃহে নিম্নলিখিত কো...ম্পানির কাগজ বিক্রীত হইয়াছে—

সিন্দুক		মূল্য
বেঙ্গল রেল	১০০৫	১৫,৭৮ ২৫...
কাশীর	১১৭৫	১৫,২৫,৩৭...
লাহোরের আইফেন বড়		১৫৭০।।/...
ও কাশীর অহিফেন		২২৫২৮...

...বিক্রীত হইয়াছে। তথাপি সর চারলস উড... অনুমানের জয় করেন।

ডাক্তর হরণ ব্রুক নামক একজন ইউরোপীয় ২৫০ টাকার নোট চুরি করিয়া তাহাতে জাল স্বাক্ষর করাতে তাহাকে সেসিয়নে সমর্পণ করা হইয়াছে।

২৪এ শ্রাবণ শুক্রবার।

নিম্নস্থ অদ্ভুত ঘটনাটি কোন আত্মীয় বন্ধুর নিকট শ্রবণ করিয়া অতিশয় বিস্ময়াপন্ন হইলাম। চব্বিশপরগণার অন্তঃপাতি ধবধপি নামক পল্লীতে এক সদ্গোপের...

...তে একটী কদলী বৃক্ষ ২১টী মোচা ...র হইয়াছে।

বোম্বাই প্রেসিডেন্সিতে এক জন পর্ত্তু... গিজ ও তাঁহার ভৃত্য উদ্বুরা নামক এক গ্রামে ...জুর আনিতে গিয়াছিল। তত্রত্য লোক[illegible] গের এই শঙ্কা জন্মে যে পর্ত্তুগিজ ... লি... দিবার জন্য ... ক লইতে আসিয়াছে। অত এব কয়েক ব্যক্তি একত্র হইয়া তাহাকে বধ করিয়াছে। উদ্বুরার মাজিষ্ট্রেট কয়েক জনকে ধরিয়া সেসিয়নে সমর্পণ করেন। জজ তাহা-দিগের দণ্ড বিধান করিয়াছিলেন। কিন্তু সদর হইতে তাহারা মুক্ত হইয়াছে। [illegible] আশঙ্কা জন্মিবার কারণ কি?

গবর্ণমেণ্ট আজ্ঞা দিয়াছেন যে সকল [illegible] চারী ২০ টাকার অধিক বেতন পান তাঁহাদি-গকে বেতন লইবার সময়ে [illegible] ষ্টাম্প রসিদে দিতে হইবে। ক্রমে ইঙ্কাম্‌ আইনের পরাক্রম প্রকাশ হইতেছে। এখন এই পর্য্যন্ত থামিয়া থাকিলেও মঙ্গল।

১৮৫৭ অব্দের বিদ্রোহ কালে কয়েক ব্যক্তি দুই জন ইউরোপীয় রেইলওয়ে ইনস্পেক্টরকে বধ করে। তাহাদিগের কয়েক জন [illegible] ...ত হইয়াছে।

মফস্বলাইটের এক জন সম্বাদদাতা বলেন, ডাক্তর মৌএট ডাক্তর মাকিনটশের পরিবর্ত্তে প্রধান মেডিকাল ইনস্পেক্টর জেনরল হইবেন। ডাক্তর মৌএট জেল ইনস্পেক্টর অপেক্ষা এপদে অধিক যোগ্যতা প্রদর্শন করিতে পারিবেন।

করাচির পশ্চিম, ... [illegible] বাহিরে ... [illegible] অভিপ্রায়ে ... নামক এক ব্যক্তি ... [illegible] কাজা বাঁধিয়া দেয়। ... অভ্যন্তরে ও মৃত হইয়াছে। এরোগটি ক্রমে প্রবল হইয়া উঠিতেছে।

২১এ শ্রাবণ শনিবার।

ফিলিকা ... [illegible] নরবেক্কা ... সিবিল ... [illegible] ২,২৩৩- ... ব্যয় হইয়াছে

উক্ত পত্র অবগত ... [illegible] ... হইবার সম্ভাবনা। ... [illegible] ... অনেক প্রজা অনাহারে ... [illegible] ... তেছে। রাজা নিজ ... [illegible] ... নিমিত্ত টাকা দিতেছেন ... [illegible] ... দিবার নিমিত্ত নানা বিধ উপায় ... [illegible]

দ্বিতীয় সব আসিষ্টাণ্ট সর্জন ... [illegible] ... জোব ... বিশেষ ... [illegible] ... পঞ্জাবের গবর্ণমেণ্ট ... [illegible] ... দিয়াছেন।

... পত্রিদর্শকে লিখিত হইয়াছে কিছুদিন পূর্ব্বে বৈষ্ণব ঘাটায় এক ডাকাইতি হয়, টালিগঞ্জের দারোগা মানিক খাঁ ঐ ডাকাইতদিগকে ধরিয়া মাজিষ্ট্রেটিতে চালান করিয়া দেন, ইতি পূর্ব্বে তাহার এলাকায় আর যে তিনটী ডাকাইতি হয় তাহারও ডাকাইত দিগকে ধরিয়াছেন। আমরা মানিক খাঁর সর্ব্বদা প্রশংসা শুনিতে পাই।

নিম্ন লিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ বিক্রীত হইতেছে।

৫ টাকার সিকা	[illegible]
৫ টাকার কোম্পানির	[illegible]
[illegible]	[illegible]
৪ টাকার	১১২—১১২৮/

ইউরোপীয় সমাচার।

[illegible] নিম্ন লিখিত ইউরোপীয় সম্বাদ আসিয়াছে।

লণ্ডন ১৮ ই জুলাই। লেড সাহেব সর চার্লস উড [illegible] ... [illegible] ... দীর্ঘ বক্তৃতা করিয়া ... [illegible] ... অবগত করাইয়াছেন।

ফ্রান্স ও রুসিয়া ইউরোপ ও [illegible] ... [illegible] ... [illegible] ... সেবাষ্টপুর ... [illegible] ... [illegible] ... হইবে।

নেপল্‌সে ... এক ... [illegible] ... [illegible] ... [illegible] ...

লাহোরবাসীদের ... [illegible] ... হেতু ... কিছু দিন ... [illegible]

গারিবল্ডি এক ... [illegible] ... [illegible] সকল স্থানে ... অতিশয় ... [illegible]

... [illegible] ... লোকেরা ... স্বাধীন ... সেনাপতি ... [illegible] ... পরাজিত হইয়াছেন।

নিউইয়র্ক টাইমস বলেন যদি বিদেশীয় কোন গবর্ণমেণ্ট আমেরিকার যুদ্ধে হস্তার্পণ করেন তবে ... [illegible] ... অস্ত্র ধারণ ... হইবে।

মাল্টা, ২২ এ জুলাই। সেনাপতি [illegible] বিদ্রোহীদিগের হস্তে ... [illegible] সমর্পণ করিয়াছেন। ... [illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহোদয়েষু।

[illegible] ... স্ত্রীজাতির ... [illegible] ... [illegible] ... [illegible]

বিষয়ে উন্নতি হইয়াছে, তাহা বিশেষরূপ নির্ণয় করা যায়।

১৮৪৭ খৃষ্টাব্দে আমাদের হিতৈষী শ্রীযুক্ত বেথুন ও কালীকৃষ্ণ দেব ... [illegible] ... বালিকাদিগের চিত্তকে ... [illegible] ... দ্বারা উজ্জ্বল করিবার এবং ... [illegible] ... কে দশহইতে মুক্ত করিবার ... [illegible] ... নির্দিষ্ট ক্লেশ স্বীকার করিয়া ... অর্থব্যয়ে কাতর না হইয়া জগদীশ্বরের অনুগ্রহে ... [illegible] তিনটী বালিকাবিদ্যালয় স্থাপন করেন। বালিকাদিগের সংখ্যা ন্যূনাধিক এক শত, বিদ্যালয় গুলি স্থাপিত হওয়া পর্য্যন্ত অদ্যা-বধি ... [illegible] ... পুস্তক পাইয়া থাকে। ... দৈনিক ... [illegible] ... থাকে এবং উহাদেরমধ্যে একটী স্কুলের ... [illegible] ... দুই বার বস্ত্র পাইয়া থাকে। ... [illegible] ... শ্রেণীর বালিকারা চারুপাঠ ... [illegible] ... এবং দুইটীর বোধোদয় ... [illegible] ... থাকে। কিন্তু মহাশয় দুঃখের বিষয় এই যে সর্ব্বসাধারণের মনোমত বালিকাদের বিদ্যা লাভ হইতেছে না। না হইবার নিম্ন লিখিত কয়েকটী কারণ আছে।

১। বালকদের বিদ্যাবিষয়ে অমনোযোগ ... [illegible] ... দেখা পড়া শিক্ষা ... [illegible] ... পণ্ডিত ... [illegible] ... [illegible] ...

২। [illegible] ... বিদ্যা বিষয়ে ... [illegible] ... অস্মদ্দেশীয় ... [illegible] ... [illegible] ... [illegible] ... স্ত্রীজাতি ... [illegible] ... কালযাপন ... [illegible]

৩। [illegible] ... থাকে ... [illegible] ... আছে যে স্ত্রীজাতি বিদ্যাশিক্ষা করিলে শীঘ্র বিধবা হয়। ...

৪। শিক্ষা ... শিক্ষয়িত্রী ও ... [illegible] ... উপযুক্ত রূপ শিক্ষার ... [illegible] ...

এক ...

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু কালীকৃষ্ণ ... কলিকাতা। ১২৬৯ ... অবধি কার্ত্তিক পর্য্যন্ত ... [illegible]

শ্রীমতী ... [illegible] ... ১২৬৯ ... আষাঢ় অবধি ১৪ ই পৌষ পর্য্যন্ত ... [illegible] ... সম্বাদ পত্রিকা ... [illegible] ... ১২৬৯ শ্রাবণ অবধি পৌষ পর্য্যন্ত ... [illegible] ... এম, এচ টমসন সাহেব কৃষ্ণনগর ১২৬৯ শ্রাবণ অবধি পৌষ পর্য্যন্ত ... [illegible]

এই নগর কলিকাতার দক্ষিণ পূর্ব্ব ... [illegible] ... দিগের ... [illegible] ... বিদ্যালয়ের ... [illegible] ... আছে।

সোমপ্রকাশ

" প্রবর্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী মহীয়তাং।"

৪ ভাগ।
৩২ সংখ্যা।

সন ১২৬৯। ৬ শ্রাবণ। ইং ১৮৬২। ২১ জুলাই

মাসিক মূল্য ১ টাকা।
বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশ।

৬ই শ্রাবণ সোমবার।

ইনকম টাক্স ঘটিত অত্যাচার।

অর্থকৃচ্ছ হওয়াতে প্রজাদিগের নিক[ট] হইতে কিছু কিছু লইয়া অসঙ্গতি দূর [ক]রিবার উদ্দেশে গবর্ণমেণ্ট এ দেশে ইন[ক]ম টাক্স প্রবর্ত্তিত করিয়াছেন, কিন্তু কর্ম[চা]রিরা আত্ত লোভে উপন্যাসপ্রসিদ্ধ [স্ব]র্ণময় অণ্ড প্রসবকারিণী হংসীর প্রাণ [ব]ধের ন্যায় একবারে প্রজাগণের আয়মূল [বি]নাশের চেষ্টায় আছেন। আমরা পূর্ব্বে [রা]জকর্মচারিদিগের এই স্বেচ্ছাচার কয়েকটি [উ]দাহরণ প্রদর্শন করিয়াছি, সম্প্রতি কুমার[খালি], পাবনা প্রভৃতির মহাজনগণ এতৎ সংক্রান্ত যে এক খানি পত্র পাঠাইয়াছেন নিম্নে প্রকটিত হইল, তাহা দর্শন করিলে পাঠকগণ আর একটি উৎকৃষ্ট উদাহরণ প্রাপ্ত হইবেন।

মহাশয় জেলা যশোহর ও পাবনার অধীন কুমারখালী প্রভৃতি স্থানের মহাজনগণ প্রথম বৎসরে ইনকম টাক্সের ফরম প্রাপ্ত হইলে উঁহাদিগের যে যে স্থানে আড়ত আছে সকলের কর্ম্মের আয় একত্র করিয়া উক্ত ফরমে লিখিয়া দিয়া আসেসর মহাশয়দিগের নিকট অর্পণ করেন। তাহাতে অংশী ও অংশভাগী কর্ম্মচারী দিগের লাভের টাকা যাহা যে না মের কারবার তাহার নিজের যে যথার্থ আয় তাহাই লিখিত হয়। জেলার কালেক্টর সাহেব ঐ রিটর্ণের লিখিত আয়ের উপর কিছু কিছু অতিরিক্ত ধরিয়া আসেসরদিগের প্রতি আদায়ের ভার অর্পণ করেন। মহাজনেরা তদ্বিষয়ে আপনাদিগের প্রতি অন্যায় হইতেছে বলিয়া আপত্তি উত্থাপন করিলে তাহা অগ্রাহ্য হইয়া কালেক্টর সাহেবের নির্দ্ধারিত টাক্স আদায় হইয়া তাহার সার্টিফিকেট ও রসিদ পাওয়া যায়। দিনাজপুর ও কলিকাতা প্রভৃতি যে যে স্থানে মহাজনদিগের গদি আছে, তথাকার আসেসরদিগের নিকট ঐ সকল সার্টিফিকেট ও রসিদ প্রেরণ করা হয়, কিন্তু কলিকাতার আসেসর কলিকাতার বাণিজ্যের আয় পাবনা প্রভৃতি স্থানে প্রদানের প্রমাণ স্বরূপ ঐ সকল আসেসরের দত্ত সার্টিফিকেট ও রসিদ অগ্রাহ্য করিয়া কেবল মহাজনদিগের বাজার সম্ভ্রমের উপর দৃষ্টি করিয়া অন্যায়রূপে কাহার নিকট ৫০০ কাহার নিকট ৭০০ কাহার নিকট ১১০০ শত টাকা পর্য্যন্ত আদায় করিয়া লইয়াছেন। ওদিকে দিনাজপুরের কালেক্টর সাহেব মহাশয়ও তথায় প্রেরিত ঐ সকল সার্টিফিকেট ও রসিদ অগ্রাহ্য করিয়া উক্ত স্থানের প্রতি দোকানে ১০০ শত টাকা পরিমাণে কাহার নিকট ২০০০ কাহার নিকট ২৫০০ কাহার নিকট ৩০০০ হাজার টাকা বল পূর্ব্বক আদায় করিয়াছেন। ইহার মধ্যে আরো কিছু বিশেষ অত্যাচার আছে। যে সকল মহাজন উল্লিখিত টাকা সহসা সংগ্রহ করিয়া দিতে অসমর্থ হইয়াছিলেন, তাঁহাদিগের যাহার ৩০০০ হাজার টাকা টাক্স ধার্য্য হয়, তাহার প্রতি শতে ১০ টাকা হিসাবে খরচ ধরিয়া ৩৩০০ শত টাকা পাওনা করিয়া ৩৩০০ শত বস্তা চাউল নীলামে বিক্রয় করিয়াছেন। উক্ত চাউল পরিমাণে ৬০ মণ, ধরিয়া ১৩০০০ শতটা। যাহাদের সমুদায় বিষয়ের আয় বুঝিয়া ৪০০। ৫০০ অথবা ৭০০ শত টাকা টাক্স নির্দ্ধারিত করা যায়, তাহাদিগের নিকট হইতে প্রায় ৫০০০ হাজার টাকা অন্যায়রূপে আদায় করিয়া লওয়া হইয়াছে। বিশেষতঃ দিনাজপুরের চাউলের বস্তা নীলাম করিয়া ঐ টাকা আদায় করাতে, মহাজন লোকেরা নিতান্ত হতাশ হইয়াছে। এক লক্ষ পচিশ হাজার টাকা আয় না হইলে ৫০০০ হাজার টাকা টাক্স হইতে পারে না। কিন্তু যাহার এক লক্ষ পচিশ হাজার টাকা মাত্র মূলধন, তাহার নিকট হইতে ৫০০০ হাজার টাকা টাক্স আদায় করিয়া লওয়া হইয়াছে; ইহার অপেক্ষা অন্যায় আর কি আছে? মহাজনি কারবারের পদ্ধতি এই,

...ব্যক্তি ... ৫০ ... টাকা লইয়া ... বৎসরে ... তাহার দুই লক্ষ টাকার সম্ভ্রম ... কেবল এই সম্ভ্রমের উপরে ... করিয়া টাক্স ধার্য্য করা অত্যন্ত অবিবেচনার সন্দেহ নাই। এবৎসরেও পূর্ব্ব বৎসরের গৃহীত টাক্সের পরিমাণে এবং নিজ পাবনায় কোন কোন ব্যক্তির নামে দ্বিগুণ ও ত্রিগুণ পরিমাণে টাক্স গ্রহণের নোটিস দেওয়া হইয়াছে। গত বৎসরে মহাজন লোকের কাজ হওয়া দূরে থাকুক, ... হইতে ৵ আনা ৶১০ আড়াই আনা করিয়া ক্ষতি হইয়াছে। ইহাতেও যদি ঐরূপ অন্যায় করিয়া টাক্স আদায় করা হয়, তাহা হইলে মহাজন বর্গ অচিরাৎ উৎসন্ন হইবেন সন্দেহ নাই।

কুমার খালি পাবনা
প্রভৃতির মহাজনগণ

মহাজনগণের স্থানে স্থানে যে যে কারবার আছে, তাহারা সে সমুদায়ের আয় একত্র গণনা করিয়া ইনকম টাক্স করমে লিখিয়া দিয়াছিলেন, এই তাঁহাদিগের অপরাধ! এই অপরাধে তাঁহাদিগের মূল ধন পর্য্যন্ত যাইবার উপক্রম হইয়াছে। তাঁহাদিগের রক্ষারও কোন উপায় নাই, কি কালেক্টর কি আসেসর কেহই তাহাদিগের বাক্যে বিশ্বাস করেন না। আমরা যে পত্র খানি উপরে প্রকাশ করিলাম, তাহাতে যে প্রকার অত্যাচারের কথা লিখিত হইয়াছে, কিছু দিন এরূপ হইলে মহাজনগণ কতকাল ব্যবসায় চালাইতে পারিবেন? প্রধান পুরুষদিগের কর্ত্তব্য, তাঁহারা মহাজনদিগের আবেদন শ্রবণ করিয়া তাহাদিগের প্রতি যে অত্যাচার হইতেছে, তাহার নিবারণ করেন, নতুবা এককালে ইনকম টাক্স রহিত করেন। এককালে ইনকম টাক্স রহিত করাই শ্রেয়ঃকল্প। উহার নাম মাত্র থাকিলে অত্যাচারের নিবৃত্তি হইবে না। আমাদিগের এই ক্ষোভ ... হইতেছে, লেড সাহেব এই মহত্তর ... ইনকম টাক্সের উন্মূলন চেষ্টা ... করিয়া ...দের বণিকগণের ও অকুতোভয়ে ... এদেশের সুবিধা অধে... করিলেন!

চিহ্নিত চিকিৎসক ... পদ ...

লার্ড মেকলি ... দেশীয় ব্যক্তির ... অধীশ্বর চতুর্থ উইলিয়মের সময়ে মহাসভা ইংলণ্ডের ... বর্ষের প্রধান ... পদ পাইবার অধিকার দেন। ... ১৮৫৩ এতদ্দেশীয়দিগকে চিহ্নিত চিকিৎসকের পদ লাভের অধিকার দিয়াছিলেন। ১৮৫৩ অব্দের নূতন ... ঐ অধিকার কেবল যে দৃঢ়ীভূত করা হয় এরূপ নহে, সিবিল সর্ব্বিসে প্রবেশাধিকার ... দেশীয়দিগের ... একটী কপাট দ্বার উদ্ঘাটিত করিয়া দেওয়া হয়। ঐ সকল স্বত্ব ও অধিকারের মধ্যে চিহ্নিত চিকিৎসক পদ লাভের অধিকারকেই আমরা প্রধান জ্ঞান করিয়া থাকি। মান, সম্ভ্রম ও বেতন প্রভৃতির বিষয় চিন্তা করিলে সিবিলিয়ান পদ আমাদিগের অত্যন্ত আদরের সন্দেহ নাই, কিন্তু উক্ত চিকিৎসক পদ ইহা অপেক্ষা অধিক উপকারক। ভারতবর্ষে রাজনীতিজ্ঞের অভাব নাই। আইন বিষয়ে এতদ্দেশীয় অধিকাংশ অচিহ্নিত কর্ম্মচারী সিবিলিয়ানদিগের অপেক্ষা নিকৃষ্ট নহেন। সত্য কথা বলিতে কি, আমাদিগের অনেক ডেপুটি মাজিষ্ট্রেট ও সদর আলা যেরূপে কাজ করিয়া লব্ধ প্রতিষ্ঠ ও লোকের বিশ্বাস ভাজন হইয়াছেন, অনেক সিবিলিয়ান সেরূপ হইতে পারেন নাই। কিন্তু বিজ্ঞান শাস্ত্রের বিষয়ে এরূপ নহে। ভারতবর্ষে বিজ্ঞান শাস্ত্রের অধিকতর উন্নতি হয় নাই। অত্রত্য চিকিৎসা বিদ্যালয় সকলে অল্প মাত্রই শিক্ষা দেওয়া হইয়া থাকে। ভারতবর্ষের কোন্ স্থানে এডিনবর্গ অথবা পারিসের ন্যায় চিকিৎসা বিদ্যার অনুশীলন হইতেছে? এ দেশের কয় জন চিকিৎসক উদ্ভাবনী শক্তি প্রদর্শন করিয়া কোন নববিধ বিষয়ের আবিষ্ক্রিয়া করিয়াছেন? বিজ্ঞানশাস্ত্র কোন্ বিষয়ে তাঁহাদিগের নিকটে ঋণী হইয়াছেন? এ দেশে ... তাদৃশ সম্পন্ন লোক জন্মেন না, এ কথা অকিঞ্চিৎকর। বিজ্ঞান শাস্ত্রের অধিক ... অনুশীলন হইতেছে না, বলিবার ... গুণের চিহ্ন দেখা যাইতেছে না।

দেশীয়দিগের চিহ্নিত চিকিৎসক পদ লাভের পথ অরুদ্ধ থাকিলে ইহারা ইংলণ্ডে শিক্ষা করিয়া চিকিৎসা শাস্ত্রে ... বেশ সুদক্ষ হইবেন, আমাদিগের ... এক মহতী আশা ছিল। কিন্তু সেনাদলে প্রবেশাধিকারের নিষেধ হওয়াতে আমরা নিতান্ত হতাশ ও ভগ্নোৎসাহ হইয়াছি ... এখন তাঁহারা কেবল বিদ্যানুরাগে ইংলণ্ডগমনার্থী হইবেন না। ... অধিক মান ও অধিক বেতন ... বিদ্যা শিক্ষার একটী প্রধান ... ভাব। কেবল বিদ্যার জন্য বিদ্যা শিক্ষা করেন এরূপ লোক অতি বিরল।

যে দিন ভারতবর্ষীয় ... দল একত্রিত হয়, সেই দিনই আমাদিগের উল্লিখিত অধিকার হইতে বঞ্চিত হইবার ... আরম্ভ হইয়াছে। তাঁহারা আমাদিগকে ... করিয়াছেন, তাঁহারা আমাদিগের শারীরিক দোষকে উহার কারণরূপে নির্দ্দেশ করেন। কিন্তু অনেক প্রধান প্রধান চিকিৎসক এ বিষয়ে যে মত প্রদান করিয়াছেন, তদ্দ্বারা উল্লিখিত বাক্যের অলীকতা স্পষ্ট প্রতিপাদিত হইয়াছে। শারীরগত অপটুতা যদি প্রতিবন্ধক না হইল, তবে আর কি অন্য প্রতিবন্ধক? তবে কি বর্ণভেদ প্রতিবন্ধক? ইংলণ্ডেশ্বরীর ঘোষণা পত্র এ বিষয়ে আমাদিগের সহায়তা করিতেছে। উহাতে শ্বেত, পীত, কৃষ্ণ লোহিত প্রভৃতি কোন বর্ণের কথা নাই ... কাল ইউরোপীয় দলে যেন না হইল,

সোমপ্রকাশ।

" মন্দঃ কবিযশঃপ্রার্থী গমিষ্যাম্যুপহাস্যতাং । প্রাংশুলভ্যে ফলে লোভাদুদ্বাহুরিব বামনঃ।"

৪ ভাগ।
৪০ সংখ্যা।

সন ১২৬৯। ৩ ভাদ্র। ইং ১৮৬২। ১৮ আগষ্ট।

মাসিক মূল্য ১ টাকা
বার্ষিক অগ্রিম ১০ টাকা।

২০৭

সোমপ্রকাশ।

৩ ভাদ্র সোমবার।

মফস্বলের ছোট আদালত, নীলকর ও রাজপুরুষ।

আমাদিগের রাজপুরুষেরা ভারতবর্ষের হিত উদ্দেশ করিয়া যে সকল কার্য্য করেন, তন্নির্ব্বাহক লোক মনোনীত করিবার দোষে তাহার অধিকাংশ ফলোপধায়ক হয় না। মফস্বলে ছোট আদালত স্থাপন একটি মহোপকারক কার্য্য সন্দেহ নাই, কিন্তু বিচারপতির দোষে তাহা অমৃতময় ফল প্রসব করা দূরে থাকুক, অনেক স্থলে বিষময় ফল উৎপাদন করিতেছে

অয়ং রত্নাকরোঽম্বোধিরিত্যসেবি ধনাশয়া।
ধনং দূরেঽস্তু বদনমপূরি ক্ষারবারিভিঃ ॥

এই সমুদ্র রত্নের আকর, ইহা হইতে ধন লাভ হইবে এই আশা করিয়া ইহার সেবা করিলাম, ধন দূরে থাকুক, ক্ষারবারি দ্বারা মুখ পরিপূরিত হইল।

যখন ব্যবস্থাপক সভায় মফস্বলে ছোট আদালত প্রতিষ্ঠার প্রসঙ্গ লইয়া আন্দোলন হয়, সেই সময়েই আমরা কহিয়াছিলাম, যে সকল ব্যক্তি সদর আদালতে কার্য্য করিয়া পরিপক্ক ও লব্ধপ্রতিষ্ঠ হইয়াছেন, সেই সেই ব্যক্তিকেই ঐ পদ প্রদান করা কর্ত্তব্য, কিন্তু রাজপুরুষেরা ইউরোপীয়দিগের প্রতি অতিশয় ভক্তিমান্ হওয়াতে সকল স্থলে আমাদিগের মনোমত বিচারপতি নিয়োগ হয় নাই, তাহাতেই এক্ষণে স্থানে স্থানে বহু অনর্থ ঘটিতেছে। আমরা যে এক খানি প্রেরিত পত্র পাইয়াছি, তাহা আমাদিগের বক্তব্য সমর্থন করিতেছে। সে খানি নিম্নে প্রকটিত হইল।

মহাশয়! গ্রাণ্টসাহেব ও ইডেন সাহেব এতদ্দেশীয় মহাত্মাদিগের নীল প্রধান প্রদেশের প্রজা-

দিগকে হাসির হইতে উদ্ধার করিবার চেষ্টা এবং প্রজার দুঃখ বিমোচন চেষ্টায় লং সাহেবের কারাবাস ও হিন্দুপেট্রিয়টের লেখনী ধারণ সমুদয় বৃথা হইল! এক ছোট আদালত স্থাপিত হওয়াতেই নীলকরদিগের পূর্ব্ববৎ দৌরাত্ম্য ও অত্যাচার পুনরাগমন করিয়াছে। যদি বাবু কালীশবর মিত্র কিম্বা টমসন সাহেবের ন্যায় নিরপেক্ষ বিচারপতিগণ ছোট আদালত সকলের জজের পদে অভিষিক্ত হইতেন, আমাদিগের এত দুরবস্থা হইত না এবং প্রজারা যে স্বাধীনতা উপার্জ্জন করিয়াছিল তাহাও হারাইত না। যে কএক জন ব্যারিষ্টর বিচারপতিপদে নিযুক্ত হইয়াছেন, তন্মধ্যে কুষ্টিয়ার জজ মহামতি শ্রীযুক্ত টেম্পল সাহেব সর্ব্ব গুণে গুণান্বিত! ঝিনাইদহের ডিপুটি সাহেবের সদ্বিচার মহাশয়ের অবিদিত নাই। টেম্পল সাহেব তাঁহারও উপরে চলেন! ইনি স্বজাতি পক্ষপাতিতা বিষয়ে সকলকে পরাজয় করিয়াছেন। ইউরোপীয় যে মিথ্যা কহে ইহা তিনি প্রাণান্তেও বিশ্বাস করেন না। বিচারাসনে বসিয়া স্পষ্টই বলিয়া থাকেন যে সাহেব লোক কখন মিথ্যা কয় না। এরূপ যাহার সংস্কার, তাঁহা হইতে মকদ্দমার যথার্থ বিচার হইবার সম্ভাবনা কি? কোন নীলকর নালীশ উপস্থিত করিলে এক জন ইংরাজ সাক্ষী থাকিলেই সে মকদ্দমায় নীলকরের নিশ্চয় জয় হয়।

উক্ত গুণজ্ঞ মহোদয় এদেশীয় ও ইউরোপীয় উভয়ের মকদ্দমাতে একই আইনের ভিন্ন ভিন্ন অর্থ করিয়া থাকেন! অল্পতা দুরন্ত নীলকর এক প্রজার নামে, গাছ কাটিয়া লইয়াছে, বলিয়া তাহার মূল্য পাইবার নালীশ করে। প্রতিবাদী প্রজা এই আপত্তি করিল, যে ১৪ আইনের ২ ধারানুসারে সাহেবের নালিশে তামাদি ঘটিয়াছে। কিন্তু সুক্ষ্মদর্শী বিচারপতি ঐ সন ১৩ আইনের ১৬ ধারা খাটাইয়া প্রজার প্রতিকূলে ডিক্রী দিলেন।

মি কেনি সাহেবের গৃহদেবতা, কেনি সাহেবের ঘরে বাস এবং কেনি সাহেবের ঘরে কাছারি করেন। ইঁহার সহায়তায় কেনি সাহেব অনেক প্রজার বিরুদ্ধে মিথ্যা নালিশ করিয়া ডিক্রী পাইয়াছেন। কি আশ্চর্য্য! একটা তমুর গাছের মূল্য ৩০ টাকা! ইহা কি মহাশয় কখন শ্রবণ করিয়াছেন? কেনি সাহেব প্রত্যেক গ্রামের অনেকগুলি প্রধান প্রধান প্রজার নামে এই প্রকার অন্যায় ডিক্রী প্রাপ্ত হওয়াতে প্রজারা হতাশ হইয়া নীলের দাদন স্বীকার করিয়াছে। ... ও মহাশয়ের পাঠকবর্গ কেনি সাহেবের ... বিলক্ষণ জানেন সন্দেহ নাই, কিন্তু তাঁহার স্বদেশে একাংশ দৌরাত্ম্যও সাধারণের গোচর হয় নাই। সাহেব অন্যায় করিয়া প্রজা সকলের ... ভূমি হইতে লোক ধরিয়া লইয়া ... দিয়াছেন। অনেক প্রজার ... লোক ... করিতে সাহেব ... ২০।২৫ টাক ... দিয়া ... ছেন। আর ... এক এক প্রজার ... ও মিথ্যা নালিশ উপস্থিত হইয়াছে, তাহা লিখিয়া ... প্রজাদিগের দুঃখ ... করিতে ... তিনি ... শীর্ণ হয়। প্রজারা ... কি মকদ্দমা ... এই চিন্তায় ব্যাকুল হইয়া অবশেষে আর সহ্য করিতে না পারিয়া ... হইয়াছে। ... টেম্পল সাহেবের বিরুদ্ধে ... দরখাস্ত হইয়াছে। কিন্তু গবর্ণমেণ্ট ... প্রতি দৃষ্টিপাত করিবেন ... না। যদি ... কাহার কোন ... হাকিমের বিরুদ্ধে ... করেন, তিনি অমনই পদচ্যুত হইতেন। এক্ষণে গবর্ণমেণ্টের নিকট এই প্রার্থনা, ... চেষ্টা ... দিগের ... দুর্ব্বলকে রক্ষা করা ... দিগের কর্ত্তব্য কর্ম্ম হয়, তবে প্রজাদিগের ... দনের প্রতি প্রণিধান করুন।

টেম্পল সাহেব কেনি সাহেবের গৃহে বাস ও কাছারি করেন। এই কেনি সাহেবের সহিত প্রজাদিগের বিবাদ ভঞ্জনার্থ টেম্পল মফস্বলে গিয়াছেন। কেনি সাহেব বাদী ও প্রজারা প্রতিবাদী। এরূপ স্থলে টেম্পলের কেনির গৃহে বাস ও কাছারি করা যে কোন রাজকীয় আজ্ঞা, বিধি অথবা যুক্তির অনুসারী, ইহা আমাদিগের বোধগম্য হইতেছে না। গবর্ণমেণ্ট এরূপ অনভিজ্ঞ লোকদিগকে নিযুক্ত করিয়াছেন, ইহার প্রত্যবায় ভাগী কে হইবেন?

আমাদিগের পত্র প্রেরক টেম্পলের বিষয়ে যেরূপ লিখিয়াছেন, তাহা যদি সত্য হয়, (ইহার সত্যতা বিষয়ে সন্দেহ করিবার কারণ নাই, পত্র প্রেরক লিখিয়াছেন, ইহা সপ্রমাণ করিয়া দিবেন) ... বিচার কর্ত্তারা মুর্শিদ নবাবদিগের অধিকার কালের বিচারকর্ত্তাদিগের অপেক্ষা অধিকতর অনিষ্টকারক সন্দেহ নাই। উক্ত নবাবদিগের অধিকার কালে বিচার কর্ত্তারা সাক্ষাৎ সম্বন্ধে প্রজার সর্ব্বনাশ করিতেন, ইহারা অসাক্ষাৎ সম্বন্ধে করিতেছেন। বিচারপতির এবম্বিধ ব্যবহার দেশের উন্নতির প্রধান প্রতিবন্ধক। যে দেশের প্রজারা স্বাধীনবৃত্তি হইয়া ... কার্য্য করিতে সমর্থ না হয়, সে দেশের কখন শ্রীবৃদ্ধি হয় না। এরূপ ব্যবহার বার্ত্তা শাস্ত্রের নিতান্ত বিরোধী। জন ষ্টুয়ার্ট মিল লিখিয়াছেন "যে আইন ও ... এক শ্রেণির অথবা এক সম্প্রদায়ের অনিষ্ট করিয়া অপর শ্রেণি অথবা অপর সম্প্রদায়ের ইষ্ট সাধন করে, যাহা ... প্রজার আগ্রহিত চেষ্টার প্রতি ... রোধক হয় তাহা, বার্ত্তাশাস্ত্রের মূল যুক্তি ... বিরুদ্ধ, ঐ সকল আইন ও ব্যবহার না থাকিলে দেশের সাধারণের ... উৎপাদন শক্তি থাকে, তাহা কমিয়া যায়।" আমরা যে স্থলের কথা কহিতেছি, ঐ স্থলে আইনের দোষ না থাকিলেও বিচারপতির দোষে ব্যবহার দোষ জন্মিয়াছে।

বিধবাবিবাহ।

আমরা শ্রবণ করিয়া পরম আহ্লাদিত হইলাম, হুগলীজেলার অন্তঃপাতী বীরসিংহ গ্রামে ২৪ শ্রাবণ শুক্রবার মহাসমারোহে একটি বিধবাবিবাহ হইয়া গিয়াছে। এই বীরসিংহ বিধবাবিবাহপ্রবর্ত্তক শ্রীযুত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাসস্থান। ইতিপূর্ব্বে এই গ্রামের চতুর্দ্দিকে ক্ষীরপাই রাধানগর ... খেকোনা রামজীবনপুর প্রভৃতি নানাস্থানে বিবাহ হইয়াছিল, বীরসিংহ গ্রামে এই প্রথম সূত্রপাত হইল। বীরসিংহ রাধানগর ঈড়পালা যদুপুর লক্ষ্মণপুর ... সংগঞ্জ দীর্ঘগ্রাম ... গোবিন্দপুর প্রভৃতি গ্রামের সাবর্ণীয় ভদ্রলোক সমস্ত হইয়া কর্ম্ম সমাধা করিয়াছেন।

ঐ অঞ্চলে গত তিন বৎসরে ...

মে ২০। ২২ টি বিধবার বিবাহ হইয়াছে
ন্তু কোন বিবাহেই এরূপ সমারোহ
এরূপ বহুগ্রামের সম্মতি ও বহু ভদ্র
াকের সমাগম হয় নাই। বরের নাম
যুত রামব্রহ্ম পাঠক, বয়স ২১ বৎসর
। এই ইহাঁর প্রথম বিবাহ। কন্যার নাম
মতী কাদম্বিনী দেবী, ক্ষীরপাই নিবা
সী শ্রীযুক্ত হারাধন চট্টোপাধ্যায়ের
ন্যা। পাঁচ বৎসর বয়সে চন্দ্রকোনানিবা
৺ সীতারাম চৌধুরীর সহিত প্রথম
বাহ হইয়া ঐ বৎসরেই বৈধব্য সঙ্কট
হয়। এক্ষণে, কাদম্বিনীর বয়ঃক্রম ৯ নয়
বৎসর মাত্র। বিবেচনা করিতে গেলে অ
্যাপি কাদম্বিনীর বিবাহের প্রকৃত বয়স
য় নাই। এই বয়সের মধ্যে বিবাহ বৈধ
্য সঙ্ঘটন ও পুনরায় বিবাহ হইল!

গবর্ণমেণ্টের অথবা মিসনরিদিগের
কাহার বিদ্যালয়ে সুশিক্ষা
হয়?

ভারতবর্ষীয়দিগের সমাজ, ধর্ম, রাজ্য ও
াসন প্রণালী প্রভৃতি যে যে বিষয়ে নিকৃষ্টতা
সদোষতা দৃষ্টিগোচর হইয়া থাকে, সে সমু
য়গুলি এক কারণে পর্য্যবসিত হইতে পারে;
াহা দূরীভূত করিবারও এক মাত্র উপায়
াছে। বিদ্যাশিক্ষার অভাবই আমাদিগের
বৎ কষ্টের কারণ। আমাদিগের দেশের
অংশে বিদ্যার সমধিক সমাদর হই
াছে, সে স্থল হইতে কুসংস্কার প্রভৃতি
পলায়নোন্মুখ হইয়াছে। যে স্থলে তাহার
ভাব, সেই স্থলেই নানা দোষের প্রাদুর্ভাব।
দি আমাদিগের কৃষকেরা লেখাপড়া জা
িত, তাহা হইলে কি তাহারা প্রত্যেক
ভূম্যধিকারী ও নীলকরের দাস হইয়া
াকিত? মধ্যম ও প্রথম শ্রেণি যদি প্রকৃত
কৃতবিদ্য হইতেন, আমাদিগের সামাজিক
দোষ কি আজিও এদেশকে এরূপ দুর
বস্থাপন্ন করিয়া রাখিতে পারিত? ইংল
ণ্ডীয় মহাশিক্ষা কি আমাদিগের যথার্থ স্বত্ব
ও অধিকার দানে পরাঙ্মুখ হইতে পারি
তেন? কেবল এক বিদ্যাশিক্ষার অভাব কি
আমাদিগের অনৈক্য, ও সৎক্রিয়া সাহ
সাদি বিরহের প্রধান কারণ নহে? এদে
শের অধিকাংশ লোকে যদি কৃতবিদ্য
হইতেন, আমরা কি কানাডার ও অষ্ট্রে
লিয়ার উপনিবেশকারিদিগের ন্যায় সৌ
ভাগ্যশালী হইতে পারিতাম না?

আমাদিগের গবর্ণমেণ্ট ও আমরা এ
বিষয়ে কত দূর কৃতকার্য্য হইয়াছি, এক্ষণে
তদ্বিষয় বিবেচনা করা আবশ্যক। বোধ
হয়, একথা সকলেই স্বীকার করিবেন,
দেশের লোকে সমধিক যত্নশীল না হইলে
কেবল গবর্ণমেণ্টের চেষ্টায় দেশের সম্যক
উন্নতি লাভ হয় না। বিদ্যাশিক্ষা বিষয়ে
এদেশের লোকের তাদৃশ যত্ন ও অনুরাগ
নাই, সুতরাং গবর্ণমেণ্ট যা কিছু করেন,
তাহাই পর্য্যাপ্ত জ্ঞান করিয়া থাকেন।
কিরূপ প্রণালী অবলম্বন করিলে দেশ সা
ধারণ যাবতীয় লোকের শিক্ষা কার্য্য সুন্দর
রূপে সম্পন্ন হয়, এবং ধর্ম্মনীতির উন্নতি
সাধনের উপায় বিধান ব্যতিরেকে যে
শিক্ষাদান প্রণালী, তাহা পূর্ণ ও প্রশংস
নীয় নয়, এ সকল চিন্তায় আমাদিগের
ন্যায় গবর্ণমেণ্টও ক্লেশ স্বীকারে বড় সম্মত
নহেন। ধর্ম্মনীতির সমধিক চর্চ্চা ও সৎ
প্রণালী অনুসারে যে সুশিক্ষা হইতেছে
না, প্রধান পুরুষদিগের কোন কোন ব্যক্তি
মুখেও একথা কখন কখন শুনিতে পা
ওয়া যায়।

বোম্বাইয়ের গবর্ণর সর বার্টল ফ্রিয়ার
এক বিদ্যালয়ের পারিতোষিক দান সময়ে
কহিয়াছেন, গবর্ণমেণ্টের প্রতিষ্ঠিত বিদ্যা
লয়ের অপেক্ষা মিসনরিদিগের প্রতিষ্ঠিত
বিদ্যালয়ে উত্তম শিক্ষা হইয়া থাকে। এই
বিষয়ের মীমাংসার্থী হইয়া সংবাদ পত্র স
ম্পাদক দুই দলে বিভক্ত হইয়াছেন। এক দল
গবর্ণমেণ্টের অবলম্বিত শিক্ষা প্রণালীকে
উর্দ্ধে লইয়া যাইতেছেন, অপর দল মিসনরি
বিদ্যালয়ের শিক্ষা প্রণালীকে তাহার উর্দ্ধ
রে লইয়া যাইবার চেষ্টায় আছেন। কিন্তু
আমরা অনিন্দ্য বন্দির ন্যায় উক্ত উভয়বিধ
সদোষ শিক্ষা প্রণালীর একটীরও নিরূপম
কত প্রশংসাগানে উন্মুখ নহি। যে শিক্ষা
প্রণালী দ্বারা বুদ্ধিবৃত্তির অধিকতর মার্জ্জনা
না হয়, সে অংশে গবর্ণমেণ্ট বিদ্যালয়ের
ছাত্রদিগেরই প্রাধান্য নয়ন গোচর হইয়া
থাকে। সাহিত্য, গণিত, ইতিহাস, বার্ত্তা
শাস্ত্র, এ সমুদায় বিষয়ে গবর্ণমেণ্ট বিদ্যা
লয়ের ছাত্রেরা আর সকলকে পরাভব ক
রিয়াছেন। প্রেসিডেন্সি কালেজের সহিত
অপর বিদ্যালয়ের ও তুলনাই হয় না।
কিন্তু ধর্ম্মনীতি সংক্রান্ত শিক্ষা প্রণালী
প্রসঙ্গ উপস্থিত হইলে আমরা গবর্ণমেণ্ট
বিদ্যালয়ের ছাত্রগণকে প্রাধান্য প্রদানে
উৎসাহী নহি। গবর্ণমেণ্ট বিদ্যালয়ে যে
রূপে কার্য্য হইয়া থাকে, তাহাতে তত্রত্য
ছাত্রগণের এবিষয়ে নিকৃষ্টতা হওয়া অসম্ভা
বিত নয়। শিক্ষকগণ কেবল ছাত্রদিগকে
পরীক্ষোত্তীর্ণ করাইবারই চেষ্টা পান।
ছাত্রেরা দুষ্ট হউক, আর দুশ্চরিত্র হউক;
বার্ষিক পরীক্ষার সময়ে প্রশংসা লাভ
করিলেই শিক্ষকেরা তাহার সমুদায় দোষ
মার্জ্জনা করেন। কর্তৃপক্ষেরাও এই
গর্হিত রীতিতে উৎসাহ দান করা হইয়া
থাকে। অধিকসংখ্য ছাত্র পরীক্ষায় উ
ত্তীর্ণ হইলেই তাঁহারা তুষ্ট হন। এ অংশে
মিসনরি বিদ্যালয়ও সমধিক সৌভাগ্য
শালী নহেন। সেখানে বাইবল পাঠনা
য় বটে, কিন্তু তাহা ছাত্রগণের চরিত্র সং
শোধন বিষয়ে তাদৃশ উপযোগী হয় না।
কোন ছাত্র গৃহে অথবা বিদ্যালয়ে কিরূপ
আচরণ করিল; বাইবলের উপদেশানুসারে
চলিল কি না, মিসনরি বিদ্যালয়ের অধ্য
ক্ষেরা অথবা শিক্ষকগণ কি এ সকলের
অনুসন্ধান করিয়া থাকেন? এ সকলের
অনুসন্ধান ব্যতিরেকে কি ছাত্রের ধর্ম্মনী
তিতে ব্যুৎপত্তি জন্মিবার অথবা চরিত্র

দোষ সংশোধিত হইবার সম্ভাবনা আছে? উক্ত বিদ্যালয়ের হিন্দু ছাত্রদিগের গৃহে বাইবলের উপদেশানুরূপ আচরণ হওয়াও সম্ভাবিত নয়। তাঁহারা বিদ্যালয়ে যে ধর্ম্মের অনুসারী উপদেশ শ্রবণ করেন, গৃহে গিয়া তাহার বিপরীত ধর্ম্মানুসারী আচরণ দেখেন। উক্ত বিদ্যালয়ের শিক্ষকগণেরও কেবল বাইবল পাঠনাতে দৃষ্টি, ছাত্রেরা তাহার উপদেশানুরূপ আচরণ করে কি না, সে বিষয়ে দৃষ্টি নাই। কেবল কি শুক পক্ষীর ন্যায় গুটীকত বাইবলের বাক্য শিখিলেই চরিতার্থতা লাভ হয়?

যে প্রণালীতে শিক্ষা করিলে সম্পূর্ণরূপে কৃতার্থতা লাভের সম্ভাবনা আছে, কি গবর্ণমেণ্ট বিদ্যালয়ের কি মিসনরি বিদ্যালয়ের কোন বিদ্যালয়ের অধ্যক্ষেরাই তদনুসরণ করেন না। সে প্রণালী এই, বিদ্যালয়ের নিম্ন শ্রেণি হইতে আরম্ভ করিয়া প্রথম শ্রেণী পর্য্যন্ত ধর্ম্মনীতি সংক্রান্ত উপদেশ প্রদানের নিয়ম করিতে হইবে। ছাত্রেরা কি গৃহ কি বিদ্যালয় কোথায় কিরূপ ব্যবহার করিল, শিক্ষকদিগের তদ্বিষয়ের সবিশেষ অনুসন্ধান করা আবশ্যক। পাঠ না হইলে শিক্ষকেরা এখন যেমন ছাত্রদিগের দণ্ডবিধান করেন, চরিত্র দোষ দর্শন করিলে তখন তেমনি দণ্ডবিধান করিবেন। যত দিন এই নিয়ম না হইতেছে তত দিন কি গবর্ণমেণ্ট বিদ্যালয় কি মিসনরি বিদ্যালয় কোনস্থানেরই শিক্ষাপ্রণালী সাফ হইতেছে না। সকল বিষয়েরই বাল্যাবধি অভ্যাস চাই, অভ্যাস ব্যতিরেকে দৃঢ়তা জন্মে না। সে অভ্যাস কোথায়? যাহারা মিসনরি বিদ্যালয়ের অথবা গবর্ণমেণ্ট বিদ্যালয়ের দুই চারি জন সচ্চরিত্র ছাত্রকে প্রমাণ স্বরূপ প্রদর্শন করিয়া তত্তৎ বিদ্যালয়ের শিক্ষা প্রণালীর উৎকর্ষ ও অপকর্ষ প্রমাণ করিবার চেষ্টা পান, তাঁহারা ভ্রান্ত সন্দেহ নাই। দুই চারি জনের সচ্চরিত্রতা দ্বারা শিক্ষাপ্রণালীর উৎকর্ষ বা অপকর্ষ প্রমাণ হইবার সম্ভাবনা নাই।

চিরস্থায়ী বন্দোবস্ত।

সর চারলস উড একদিন হৌস অব কমন্সে কহিয়াছিলেন যদি চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা ভারতবর্ষের সর্ব্বস্থলে প্রবর্ত্তিত করা যায়, ভারতবর্ষের যথার্থ মঙ্গল হইতে পারে। সর চারলস উডের এবম্বিধ উদার চেষ্টার সম্বাদ শ্রবণ করিয়া দুটী কারণে আমাদিগের অকৃত্রিম আনন্দ জন্মিতেছে। এক, এই প্রথা প্রবর্ত্তিত হইলে ভারতবর্ষের সবিশেষ শ্রীবৃদ্ধি হইবে। দ্বিতীয়, এই প্রথা প্রবর্ত্তন যুক্তি ও ন্যায়ানুসারে নিতান্ত আবশ্যক। এতদিনের পর এই প্রথার গুণ সর চারলস উডের হৃদয়ঙ্গম হইয়াছে। বঙ্গদেশে চিরস্থায়ী বন্দোবস্ত থাকাতে দেশের যে মহোপকার লাভ হইয়াছে, একথা অনেকেই স্বীকার করিয়া থাকেন। গত বৎসরের দুর্ভিক্ষ কালে অনেক প্রধান ব্যক্তি উত্তর পশ্চিমাঞ্চলে উল্লিখিত প্রকার বন্দোবস্ত করিবার অনুরোধ করেন। মধ্যে মধ্যে নূতন নূতন বন্দোবস্তের নিয়ম থাকিলে কৃষক ও জমীদারের ভূমির প্রতি যথার্থ মায়া জন্মে না। করবৃদ্ধির ভয়ে অনেকে ভূমির শ্রীবৃদ্ধি সাধনে বিমুখ হয়।

আমরা চিরস্থায়ি বন্দোবস্তের সপক্ষতা করিতেছি বটে, কিন্তু আমরা বঙ্গদেশের বন্দোবস্তের সপক্ষ নহি। এবন্দোবস্তের একটি মহৎ দোষ আছে। এতদ্দ্বারা জমীদারদিগেরই হস্তে অধিকতর ক্ষমতা দেওয়া হইয়াছে। কৃষকদিগের স্বত্ব ও অধিকারের বিষয়ে তাদৃশ যত্ন করা হয় নাই। পাঠকগণের স্মরণ থাকিতে পারে, আমরা পূর্ব্বে একবার প্রমাণ করিয়াছিলাম, কৃষকেরাই ভূমির যথার্থ অধিকারী। জমীদার ও রাজার কেবল করের সহিত সম্বন্ধ। বঙ্গদেশের ভূমির যে
রূপ বন্দোবস্ত করা হইয়াছে, তাহাতে জ
দারদিগেরই ভূস্বামিত্ব স্বীকার করা
য়াছে। লার্ড কর্ণওয়ালিস গবর্ণমেণ্টকে ভূ
র অধিকারী বলিয়া স্বীকার করেন নাই
অনুধাবন করিয়া দেখিলে নৈসর্গিক নি
ও বিশুদ্ধ যুক্তির অনুসারে রাজা ভূমি
প্রকৃত স্বামী নহেন। উক্ত লার্ড কৃ
দিগকে উপেক্ষা করিয়া যদি জমীদার
গের হস্তে সর্ব্বস্ব প্রভুতা প্রদান না ক
তেন, তিনি ভূমির প্রকৃত স্বামীর আ
করণে সমর্থ হইয়াছিলেন, আমরা এক
মুক্তকণ্ঠে স্বীকার করিতাম। তিনি
জমীদারদিগের হস্তে যথেষ্ট ক্ষমতা
দিয়া কৃষকদিগের সহিত সাক্ষাৎ সম্বন্ধে
চিরস্থায়ী বন্দোবস্ত করিতেন, নীল প্রথ
প্রদেশের কৃষকদিগের দুঃসহ দুর্দ্দশা
আমাদিগের দৃষ্টিগোচর হইত? নীলক
দিগের সহিত তত্রত্য প্রজাগণের কয়ঘটি
বিবাদ লইয়া গবর্ণমেণ্টকে এত কষ্ট পাই
হইবে কেন এই বিবাদের মীমাংস
সাধারণের টাকাই বা নষ্ট হইবে কে
কিন্তু সর চারলস উড যে প্রকার বন্দো
স্তের সঙ্কল্প করিয়াছেন, তাহাতে এ
যের পরিহার সম্ভাবনা আছে। তি
জমীদারদিগকে মধ্যবর্ত্তী না করিয়া উ
পশ্চিমাঞ্চলের কৃষকদিগের সহিত সাক্ষা
সম্বন্ধে চিরস্থায়ী বন্দোবস্ত করিবার ম
রথ করিয়াছেন। এই বন্দোবস্ত একক
সর্ব্বত্র প্রবর্ত্তিত করা হইবে না। সময়ে
ময়ে যে সমস্ত বন্দোবস্ত হইয়াছে, তা
নিয়মিত সময় উত্তীর্ণ হইলে বিবেচনা
ক চিরস্থায়িরূপে কর ধার্য্য করা হইবে
পূর্ব্বকার নিয়মানুসারে সকল স্থলে নি
এককালে বন্দোবস্ত হয় নাই, অতএব স্থ
বন্দোবস্ত সর্ব্বত্র প্রচলিত হইতে প্রায়
বৎসর লাগিবে।

সর চারলস উডের প্রস্তাব পার্লিয়া
ণ্ট সভার আদৃত ও গৃহীত হইয়া বিধি
হইলে নিম্ন লিখিত কয়েকটি মহান্

ক্য লাভ হইবে। প্রথম, কৃষকেরা ভূস্বামী হইলে তাহাদিগের ভূমিতে মমতা জন্মিবে; সুতরাং তাহারা প্রাণপণে আপন আপন ভূমির উন্নতি সাধনে চেষ্টা করিবে। দ্বিতীয়, তাহাদিগের স্বাধীনতা ও সৌভাগ্য লাভ। তৃতীয়, তাহাদিগের স্বাধীনতা ও সৌভাগ্যলাভ হইলেই তন্মূলক ভারতবর্ষের বিশেষ শ্রীবৃদ্ধিলাভ হইবে। চতুর্থ, এক্ষণে নীলকর জমীদারদিগের সহিত কৃষকদিগের নিত্য বিরোধ থাকাতে তাহার মীমাংসার্থ গবর্ণমেণ্টকে ব্যতিব্যস্ত হইয়া যে অর্থব্যয় ও কষ্টস্বীকার করিতে হইতেছে, তাহার অনেক লাঘব হইবে। পঞ্চম, এক্ষণে উল্লিখিত বিরোধমূলক ভারতবর্ষে যে মিথ্যা প্রবঞ্চনাদি স্রোত প্রবাহিত হইতেছে, তাহা সম্পূর্ণরূপে না হউক, অনেক অংশে রুদ্ধ হইবে। ষষ্ঠ, যদি মিথ্যা প্রবঞ্চনাদির ন্যূনতা ও তন্মূলক মকদ্দমার হ্রাস হইয়া গবর্ণমেণ্টের বিচারকার্য্যে অর্থব্যয় কমিয়া যায়, ভারতবর্ষের অর্থসচ্ছল হইবার আর একটী উপায় হইবে। কলকাতার চারল্‌স উডের প্রস্তাবিত চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রবর্ত্তিত হইলে ভারতবর্ষের রাজনীতি, সমাজ, রাজস্ব প্রভৃতি যাবতীয় বিষয়ে সর্ব্বাঙ্গীন মঙ্গললাভ হইবে সন্দেহ নাই

পরিশেষে আমাদিগের আর একটী বক্তব্য আছে। উত্তর পশ্চিমাঞ্চল প্রভৃতি প্রদেশসকলেত উল্লিখিত বন্দোবস্ত হইতে চলিল, এখন বঙ্গদেশের উপায় কি? বঙ্গদেশে বর্ত্তমান বন্দোবস্ত থাকিলে ত মঙ্গল নাই। কিন্তু অকস্মাৎ জমীদারদিগকে ভূস্বামিত্ব হইতে বঞ্চিত করাও ন্যায়ানুগত নয়। তাহা করিতে গেলে অত্যাচারির কার্য্য করা হইবে। লার্ড কর্ণওয়ালিস ১৭৩৯ অব্দে যে প্রথম বন্দোবস্ত করেন, তাহার পর অনেক পরিবর্ত্ত হইয়া গিয়াছে। অনেক জমীদারী অনেকসংখ্য লোকের অনেকবার হস্তান্তর হইয়াছে, তাহাতে অনেকের অনেক অর্থব্যয় হইয়া গিয়াছে। এখন তাঁহাদিগকে সেই সেই জমীদারী হইতে ভ্রষ্ট করিতে গেলে অনেকের সর্ব্বনাশ হইয়া যাইবে। সভ্য গবর্ণমেণ্ট কি এরূপ করিতে পারেন? তদ্ভিন্ন, গবর্ণমেণ্টের প্রতিজ্ঞা ভঙ্গরূপ আর একটী অনর্থ ঘটিবার সম্ভাবনা। তবে গবর্ণমেণ্টের কিরূপ করা কর্ত্তব্য? গবর্ণমেণ্টের কর্ত্তব্য এই, তাঁহারা জমীদারদিগকে লওয়াইয়া কৃষকদিগের নিজ নিজ জোতের ভূমিতে অল্প হারে মৌরসীপাট্টা দেওয়ান। জমীদারদিগের এপ্রস্তাবে অসম্মত হইবার কারণ নাই। এ বন্দোবস্ত করিলে তাঁহাদিগের ভূমি অপেক্ষাকৃত উর্ব্বরতা গুণ সম্পন্ন হইবে সন্দেহ নাই। তাঁহাদিগের কাহারও যদি ভূমির উপরে নিজে কিছু করিবার ইচ্ছা থাকে, পতিত ভূমি বিক্রয় হইবার প্রস্তাব হইতেছে, তাহা ক্রয় অথবা অরণ্যময় ভূমির আবাদ করুন। মৌরসী বন্দোবস্ত না থাকিলে প্রজারা ভূমিতে স্থায়িরূপে কিছু করিতে চাহে না। তাহার কারণ এই; সেরূপ কিছু করিলে জমীদারদিগের চোখ টাটিয়া উঠে। আমরা এক দিন স্বকর্ণে শুনিলাম, কোন জমীদারের এক গমস্তাকে এক প্রজা কহিতেছে, "আমি ২০ বৎসর যে ভূমিতে বাস করিতেছি, তাহাতে ২। ৪ টী গাছ বসাইয়াছি বলিয়া তোমরা খাজনা বাড়াইতে চাহিতেছ, আমি যে আওলাত করিয়াছি তাহার কিছু মূল্য পাও উঠিয়া যাইব।" জমীদারেরা স্বার্থপরতা বশতঃ প্রজাদিগের কষ্ট ও হিতাহিত বুঝিতে পারেন না।

পুস্তক প্রাপ্তি।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি নিম্ন লিখিত পুস্তক গুলি আমাদিগের হস্তগত হইয়াছে।

১। সাহিত্য মুক্তাবলী। শান্তিপুরস্থ ইংরাজি বিদ্যালয়ের পণ্ডিত শ্রীযুক্ত জয়গোপাল গোস্বামি প্রণীত। সংস্কৃত সাহিত্যদর্পণ হইতে ইহা বাঙ্গলায় সংগৃহীত হইয়াছে।

২। রামায়ণসার সংগ্রহ। শ্রীযুক্ত বাবু কুলদেব পাল রামায়ণের সার সংগ্রহ করিয়া বাঙ্গলায় প্রণয়ন করিয়াছেন।

৩। ভামিনীবিলাস। সংস্কৃত গ্রন্থ। কলিকাতা সংস্কৃত পাঠশালার অন্যতর অধ্যাপক শ্রীযদুনাথ তর্করত্ন ইহা মুদ্রিত ও প্রচারিত করিয়াছেন। ইহার দুরূহ অংশ ও শব্দ সকলের ব্যাখ্যা করিয়া দেওয়া হইয়াছে।

৪। বঙ্গদেশের ইতিহাস। শ্রীযুক্ত বাবু বিপ্রদাস ভাদুড়ী প্রশ্নোত্তর প্রণালীতে ইহার প্রণয়ন করিয়াছেন।

৫। প্রচলিত জাতিভেদ শাস্ত্র এবং যুক্তি সম্মত কি না। ইহা হিতকারিণী সভা হইতে মুদ্রিত ও প্রচারিত হইয়াছে। জাতিভেদ শাস্ত্র ও যুক্তি সম্মত নহে, এতৎ প্রতিপাদনই এতৎ প্রচারের মুখ্য উদ্দেশ্য।

৬। মন্মথ কাব্য। তারাচরণ দাস প্রণীত। শ্রীযুক্ত বাবু নবীনচন্দ্র দত্ত সংশোধন করিয়া ইহার মুদ্রণকার্য্য সম্পন্ন করিয়াছেন।

প্রাপ্ত।

গুরুধরা।

"গাধা কি কখন ঘোড়া হয়?"

এই শিরোনাম দিয়া গত ১৩ ই শ্রাবণের সোমপ্রকাশে গুরু মহাশয়দিগকে শিক্ষিত করিবার চেষ্টা বিষয়ক যে একটী প্রস্তাব প্রকাশিত হইয়াছে, তদ্বিষয়ক সম্পূর্ণ সংবাদ প্রদান করাই অস্মদাদির এ প্রস্তাবের মুখ্য উদ্দেশ্য। আমাদিগের ভূতপূর্ব্ব লেপ্টেনেণ্ট গবর্ণর গ্রাণ্ট সাহেব পাঠশালার গুরুমহাশয় ও ছাত্রদিগকে পারিতোষিক দিবার জন্য কিঞ্চিৎ টাকা প্রদান করিয়া যান, কিন্তু শিক্ষা সংক্রান্ত কার্য্যের অধ্যক্ষেরা যাহাতে ঐ টাকা দ্বারা গুরুমহাশয়দিগকে শিক্ষিত করিয়া লওয়া হয়, তাহার চেষ্টায় ফিরিতেছেন। প্রায় এক বৎসর গত হইল, উড্রো সাহেব কতকগুলি গুরু মহাশয়কে ৫ টাকা বৃত্তি দিয়া হুগলী নর্ম্মাল স্কুলে পাঠাইয়াছিলেন এবং তাহাদিগের স্কুলপাঠশালায় ১২ টাকা বেতনে এক এক নর্ম্মাল ছাত্রকে নিযুক্ত করা হইয়াছিল। গার্ডেনেক মনে করেন, উড্রো সাহেব এই

প্রথা অবলম্বন করিয়া কৃতকার্য্য হইয়াছেন। কিন্তু এ রহস্য কাহার কাছে নিবেদন করি!

গত বৎসর উড্রো সাহেবের সমুদায় বঙ্গসংক্রান্ত ডেপুটী ইনস্পেক্টরেরা গুরুধরা কার্য্যে প্রবৃত্ত হইলে, যেমন পল্টনের বেগারের নিমিত্ত বহির্গত সিপাহীকে দেখিলে কুলী লোক ভীত হয়, সেইরূপ গুরুমহাশয়েরা ভীত ও পলায়িত হইল, অনেক স্থলে এরূপ জনরব উঠিল যে গবর্ণমেণ্ট গুরু মহাশয় দিগকে লইয়া গিয়া কুলী বা ভারবাহী পশুর কার্য্যে নিয়োজিত করিবেন। সুতরাং প্রায় কোন ডেপুটী ইনস্পেক্টরই নর্ম্মালে গুরু পাঠাইতে সমর্থ হইলেন না কেবল বর্দ্ধমানের সুযোগ্য ডেপুটী বাবু অনেক যত্ন করিয়া প্রায় ৮।১০টী গুরুকে নর্ম্মালে প্রেরণ করিয়া প্রভুর আজ্ঞা প্রতিপালন করেন। কিন্তু এক্ষণে বিশেষরূপে অবগত হওয়া গিয়াছে যে ঐ সকল গুরুর মধ্যে ২।১ জন ব্যতিরেকে প্রায় কেহই বাস্তবিক গুরু নহে, কাহারও পাঠশালা ছিল না। ডেপুটি বাবু প্রলোভন, উচ্চাটন, বশীকরণ প্রভৃতি মন্ত্র প্রয়োগ দ্বারা গ্রামের অপর লোককে বশীভূত করিয়া ঐ কার্য্য সম্পাদন করিয়াছিলেন। ইহাই উড্রো সাহেবের কৃতার্থতা লাভ।।

সম্প্রতি উক্ত বিষয়ের জন্য যেরূপ প্রস্তাব হইতেছে পাঠক বর্গ তাহাও অবগত হউন। এবৎসর গবর্ণমেণ্ট উক্তরূপ কার্য্যের নিমিত্ত ত্রিশ হাজার টাকা দিবার সংকল্প করিয়াছেন। শিক্ষা সংক্রান্ত কার্য্যের অধ্যক্ষেরা প্রস্তাব করিতেছেন যে ঐ টাকা দ্বারা বর্দ্ধমান, কৃষ্ণনগর ও ঢাকায় এক একটি নর্ম্মাল বিদ্যালয় স্থাপিত করা যাইবে। যাহারা বাস্তবিক গুরুমহাশয় ছিল বা যাহারা গুরুমহাশয় হইতে অভিলাষ করে, তাহারা ৫ টাকা বৃত্তিসহ ঐ নর্ম্মালে ভর্ত্তি হইয়া এক বৎসরের জন্য অধ্যয়ন করিবে, যাহারা সার্টিফিকেট প্রাপ্তি পূর্ব্বক প্রতিগত হইয়া গুরুমহাশয়ের কার্য্যে ব্যাপৃত হইবে, গবর্ণমেণ্ট তাহাদিগকে মাসিক এক টাকা প্রদান করিবেন।। পাথেয় ব্যয় সমেত মাসিক ১০০ শত টাকা বেতনে যে দুই জন সব ডেপুটি ইনস্পেক্টর নিযুক্ত হইবেন, তাঁহারা ঐ সকল পাঠশালার তত্ত্বাবধান করিয়া যে সকল ছাত্র ও গুরুমহাশয়দিগকে উত্তম দেখিবেন তাহাদিগকে মধ্যে মধ্যে কিছু২ পারিতোষিক প্রদান করিবেন। এক্ষণে পাঠকবর্গ অনায়াসেই বুঝিতে পারিতেছেন যে উড্রো সাহেবের কৃতার্থতা লাভের সহিত এই কার্য্যের ফলের কতদূর ঐক্য থাকিবে।

ফলতঃ এবিষয়ে আমাদের গবর্ণমেণ্টকে তাদৃশ দোষ দিতে পারা যায় না, কারণ তাঁহারা টাকা দিতে নিতান্ত কাতর হইতেছেন না, কিন্তু শিক্ষা সংক্রান্ত কার্য্যের অধ্যক্ষেরা স্বহস্তে সর্ব্বময় প্রভুতা পাইয়া ঐ টাকা বাযবাদে ব্যয় করিতেছেন। এইরূপ অনর্থক টাকা নষ্ট করিবার দৃষ্টান্তস্বরূপ সেদিনকার প্রস্তাবে যে মেডলিকট সাহেবের ইনস্পেক্টরি পদে নিয়োগ এবং তাঁহার বাঙ্গালায় অনভিজ্ঞতা প্রযুক্ত এক জন বাঙ্গালিকে তাঁহার সহকারী করার বিষয় উল্লিখিত হইয়াছে, তাহা বোধ হয় ভাল হয় নাই, কারণ ইহা অগ্রে স্বতঃসিদ্ধবৎ ধরিয়া লইতে হইবে যে বাঙ্গালিরা সহস্র বুদ্ধিমান ও সহস্র কৃতবিদ্য হইলেও ইনস্পেক্টরি প্রভৃতি বড় বড় পদ কখনই তাহাদিগকে দেওয়া হইবে না, স্বজাতি পালন ধর্ম্মানুরোধে উহা ইউরোপীয়দিগকেই দিতে হইবে, ইহা গবর্ণমেণ্টের এক প্রকার স্থির সংকল্প আছে দেখা যাইতেছে। যদি তাহাই হয় তবে মেডলিকটকে ইনস্পেক্টরী দেওয়া অন্যায় হইয়াছে বলা যাইতে পারে না। কিন্তু তন্মধ্যে আশ্চর্য্য এবং দুঃখের বিষয় এই যে অপরাপর ইনস্পেক্টর সাহেবেরাও বাঙ্গালার পারদর্শিতা বিষয়ে মেডলিকটের তুল্যকক্ষ হইবেন, কিন্তু গবর্ণমেণ্ট অন্যান্য স্থানে ইনস্পেক্টরদিগের বাঙ্গলা জানার আবশ্যকতা অনুভব করেন নাই, কেবল মেডলিকট সাহেব বাঙ্গলা জানেন না সুতরাং তদ্দ্বারা সমুদায় সুনির্ব্বাহ হইতে পারিবে না ভাবিয়া এক জন কৃতবিদ্য বাঙ্গালিকে তাঁহার সহকারী করিয়া দিয়াছেন।। যাহা হউক "যুক্তি ঠিক হইলেই ভাল হয়। যদিই কোন কারণ বশতঃ তাহা না হয় তবে উহার একটি লাঙ্গুল যোজনা করিয়া দেওয়া উচিত"। ইহা যে এত দিনের পর গবর্ণমেণ্টের বোধ হইয়াছে সেও আমাদের এক প্রকার শুভ সূচক বলিতে হইবে!

পরিশেষে আর একটী কথা লিখিয়া প্রস্তাব সমাপন করা যাইতেছে। গবর্ণমেণ্ট অন্-

বাদিগের নিম্ন শ্রেণীস্থ লোকদিগের বিদ্যা
কার জন্য যে এত প্রয়াস পাইতেছেন তজ
না তাঁহাদিগের প্রতি আমরা সম্পূর্ণ কৃত
তা প্রকাশ করিতেছি। কিন্তু আমরা বাঙ্গা
আমরা এদেশের অবস্থা বিশেষরূপ জা
আমরা নিশ্চয় বলিতেছি, তাঁহারা ঐ ক
সংশোধনের জন্য যে প্রথা অবলম্বন করি
ছেন তাহা কখনই কার্য্যকারিণী হইবে না।
দি এই দশা উত্তম রূপে সংশোধন করি
তাঁহাদের বাস্তবিক অভিপ্রায় থাকে ত
তাঁহারা পূর্ব্বোল্লিখিত প্রস্তাব সকল পরিত্যা
গ করিয়া সাহায্যদান প্রথাকেই সংশো
করুন অর্থাৎ এক্ষণে এই রূপ নিয়ম আ
যে ছাত্র দত্ত বেতন বাদে লোকেরা যত টা
দিবেন গবর্ণমেণ্ট তত টাকা সাহায্য দিবে
ছাত্র দত্ত বেতন লোকের সঙ্গতি ও
পরিগণিত হইবে না। গবর্ণমেণ্ট এই নি
রহিত করিয়া ছাত্র দত্ত বেতন যত হইবে
হাই লোকের সঙ্গতি অনুসারে বিবেচনা করিয়া
ত টাকা সাহায্য দান করিতে আরম্ভ করুন
ঐ বেতন সকল সময়ে সমান থাকে না থা
তজ্জন্য সম্পাদকদিগকে নিয়মিত টাকা দিব
অঙ্গীকার করাইয়া লউন। গুরুমহাশয়দিগে
পাঠশালায় প্রায় সর্ব্বত্রই ৫ টাকা বেতন উ
য়া থাকে, যদিও কোন স্থানে না উঠে তা
হইলে কিঞ্চিৎ চেষ্টা করিলেই ৫ টাকা করাই
লইতে পারা যায়। যাহা হউক, যেখানে
টাকা বেতন উঠে গবর্ণমেণ্ট তথায় ৫ টা
সাহায্যদান করুন। ১০ টাকায় এক জন টঙ
মান্য রূপ নর্ম্মাল ছাত্রকে বা নিকটস্থ কো
সাহায্য কৃত বিদ্যালয়ের এক জন কৃতবিদ
ছাত্রকে পাঠশালায় নিযুক্ত করিয়া দেওয়া
ইতে পারে। এই রূপ শিক্ষক প্রাপ্তির নিমি
অপর নর্ম্মাল স্কুলে প্রয়োজন নাই, বর্ত্তমান
র্ম্মাল সমূহে কিঞ্চিৎ অধিক ব্যয় নিরূপণ করি
য়া দিলেই হইতে পারিবে। কিন্তু ঐ সক
স্কুল সাহায্য কৃত বিদ্যালয়ের তত্ত্বাবধানে
জন্য যে সকল ডেপুটি ইনিসপেক্টর নিয়োজি
থাকিবেন, তাঁহারা সেই সেই গ্রামের ২
জন বুদ্ধিমান যুবককে নর্ম্মালে পাঠাইতে চে
করিবেন। কারণ গ্রামবাসী কোন ব্যক্তি অ
পর গ্রামে ১০ টাকা মাসিক পাইলে তাঁহা
অন্যপ্রকার ঘটিতে পারে। এই সকল কা

...শপদে অভিষিক্ত করিবার নিমিত্ত ইংরেজী ও বাঙ্গালা... বিশেষ ব্যুৎপত্তিশালী এক জন বাঙ্গালিকে... ন স্পেক্টর নিযুক্ত করা নিতান্ত আবশ্যক। ...বাঙ্গালি ভিন্ন ইউরোপীয় দ্বারা এ কার্য্য নি... ...হয় কেবল আড়ম্বর ও অর্থব্যয় মাত্র ...ভিন্ন উঠিত।



লণ্ডন ৩ রা জুলাই ১৮৬২।—

ত্রিমুনসম্মানক মণ্ডপের সমারোহের নি... ...দ্যাপি স্থগিত হয় নাই। পুঞ্জ পুঞ্জ লোক ...দল অয়োদার্থী হইয়া নানা স্থানে ভ্রমণ ...রিতেছে।

ইংলণ্ডেশ্বরী এক্ষণে সুস্থ আছেন, প্রতি ...বস অসবর্ন নিকেতনের নিকটে পদব্রজে ...য়ু সেবন করিয়া থাকেন।

স্পেন রাজ্যের অধীশ্বরী এক কন্যা প্রসব ...রিয়াছেন।

প্রসিয়ার রাজপুত্রবধূ (ভিক্টোরিয়ার দু...হিতা) গর্ভবতী হইয়াছেন।

ক্রিষ্টাল প্যালেসে মহাসমারোহে হাণ্ডেলোৎসব পর্য্যবসিত হইয়াছে। ৪০০০ গায়ক একত্রিত হইয়া হাণ্ডেলের রচিত কতিপয় গান করেন তাহাতে ১৫০০০ ব্যক্তি উপস্থিত ছিলেন।

গত ১৪ ই জুনে জাপান দেশীয় রাজদূতেরা হলাণ্ডের রটরডাম নামক স্থানে উপস্থিত হন, তাঁহারা নিজ ভাষায় লিখিত বহুতর পতাকা নিরীক্ষণ করিয়া চমৎকৃত হইয়াছিলেন, জাপানের সহিত হলাণ্ডের বহুদিনাবধি বাণিজ্য থাকাতে অনেক হলাণ্ডর জাপান দেশীয় ভাষা অবগত আছেন।

স্পেন দেশে যুবকা পেরেথ নাম্নী এক ভাকাবৃ রাক্ষসী বাস করিত, গত বিংশতি বর্ষ যাবৎ সে স্পেনের অন্তর্গত গালিসিয়া প্রদেশের পক্ষে মহাভীতি স্বরূপ ছিল, কতকগুলা সহচরের সহিত সে নানা স্থানে ডাকাইতি করিত এবং কোন পথিক তাহার হস্তে পড়িলে আর ত্রাণ পাইত না। সে যৎপরোনাস্তি নিষ্ঠুর হৃদয়া, এবং বহুকাল ব্যাপিয়া রাজ্যের ব্যবস্থাকে তৃণবৎ তুচ্ছ করিতেছিল সংপ্রতি সে ধৃত হইয়াছে।

মিসর দেশের অধিপতি এখানে নানা কুলীনের গৃহে আতিথ্য স্বীকার করিতেছেন।

ফরাসীস ব্যবস্থাপকসমাজে শর্করা ফোটকাদির উপর টাক্স লইয়া এক গোলযোগ উপস্থিত হয়, উক্ত বিষয়ক বিল সংশোধিত হইয়া গ্রাহ্য হইয়াছে।

ওয়ালাচিয়া রাজ্যের মন্ত্রিসভাজের সভাপতি কাটার্গি সংপ্রতি নিহত হইয়াছেন।

আমেরিকার সেবন্ পুলস নামক স্থানে অল্প দিবস পূর্ব্বে এক যুদ্ধ হয়, তাহাতে কনফেডরেট্দের পক্ষে ৮৯০ হত, ৩৫২৭ আহত, এবং ১২২২ জন ব্যক্তি নিরুদ্দেশ হইয়াছে। কন্ফেডরেট্রা প্রাণপণে যুদ্ধ করিতেছে।

আমি পূর্ব্বকার এক পত্রে লিখিয়াছিলাম যে খৃষ্টিয়ধর্ম্মের রাজসিদ্ধ মতের বিরুদ্ধমত প্রচার করাতে ডক্টর উইলিএম্স্ এবং উইল্সন্ সাহেবের নামে ধর্ম্ম সমাজে অভিযোগ উপস্থিত হয়, উক্ত বিষয় লইয়া এখানে মহান্ আন্দোলন হইয়াছিল। উইলিএম্স্ ও উইল্সন্ উভয়েই চর্চ্চ-অব-ইংলণ্ডের পাদ্রি, তাঁহারা চর্চ্চের মত প্রচারার্থ বেতন গ্রহণ করিতেছিলেন, অথচ তাঁহারা যথেচ্ছ রূপে বাইবলের ব্যাখ্যান করিয়াছেন। বিচারকর্ত্তারা উভয়ে নির্দ্দোষ হইয়াছেন। অতএব বোধ হইতেছে যে চর্চ অব-ইংলণ্ডের দোহাই দিয়া এক্ষণে লোকে বিনা সঙ্কোচে যথেচ্ছ মত অবলম্বন করিতে পারিবে। অনেক ইংরেজ যে এই রূপ অবস্থায় অবস্থিত, তাহাতে সন্দেহ নাই।

কথিত হইয়াছে যে রুসিয়া ও প্রসিয়া অবিলম্বে ইটালির স্বাধীনত্ব স্বীকার করিবেন।

গারিবাল্ডি কাপ্রেরা দ্বীপে স্বীয় ভবনে প্রত্যাগমন করিয়াছেন।

বেল্জিয়মের রাজা রোগ ভোগ করিতেছিলেন, এক্ষণে স্বাস্থ্য লাভ করিয়াছেন।

কানেডা প্রদেশে হস্তির অভাব হেতু লোকে কষ্ট ভোগ করিতেছে।

টুলুসুল নগরে ৫০০ শত গৃহ ও পণ্যশালা দগ্ধ হইয়াছে।

সিটীর নিকটে যমুনা উত্তরণের নিমিত্ত মাঞ্চেষ্টর নগরে এক প্রকাণ্ড লৌহ সেতু নির্ম্মিত হইতেছে। তদ্দ্বারা বাষ্পীয় রথ ও সামান্য শকটাদি গমন করিতে পারিবে। উহার খিলানের সংখ্যা ১২; প্রত্যেকে ২১৬ ফীট দীর্ঘ; একাদশটি স্তম্ভের প্রসারের সহিত ... দীর্ঘতাকে একত্রিত করিলে, সেতুর দীর্ঘতা ... সর্ব্বশুদ্ধ এক পাদক্রোশের অতিরিক্ত হ...ইবে।

অবগতি হইল যে ভারতবর্ষ হইতে ১৮...৬১ শকে ১৩১৮৫ ব্যক্তি মরীচ উপদ্বীপে গমন করিয়াছে। স্ত্রীলোকের সংখ্যা শতকরা... ৩৬.৩।

আমেরিকার সিন্ধু প্রদেশে এক ভূমিকম্প... হইয়াছে।

মন্তেভ্রিণেরা তুরুষ্ক পাশা দ্বারা যুদ্ধে... বারম্বার পরাভব স্বীকার করিয়াছে।

লণ্ডনের পথের জনতা নিবারণার্থ ভূমির মধ্য দিয়া রেলওয়ে প্রস্তুত হইতেছিল... উহা আগামী আগষ্ট মাসে খুলিবার কথা নির্দ্ধারিত হয়; কিন্তু এক ভয়ানক ব্যাঘাত দ্বারা উক্ত ব্যাপার কিয়ৎকালের নিমিত্ত স্থ...গিত হইয়াছে। ক্লীট্ ডিচ্ নামক স্থানে কয়েক দিবস পূর্ব্বে রেলওয়ের বাঁধ হইতে শব্দ নি...র্গত হয়। উহা শ্রবণ মাত্র কার্য্যকরেরা ভূমির নিম্ন ভাগ হইতে পলায়ন করে, তদনন্তর... এক ৮০ ফীট গভীর, ৩০ ফীট উচ্চ, এবং ২০... হস্ত দীর্ঘ ভিত্তি সমূলে উৎপাটিত হইয়া রেলও...য়ের উপর পতিত হইয়াছে, এবং ভূমির অ...ভ্যন্তরস্থ বর্ষ্মের সর্ব্বাংশ জলে এককালে পূ...র্ণ হইয়াছে।

অন্য কোন তাদৃশ প্রয়োজনীয় সংবা...দ উপলব্ধ হইতেছে না। আমারও ইংলণ্ডে অবস্থিতি শেষ হইয়া আসিয়াছে। অচিরা...ৎ এদেশ পরিত্যাগ করিয়া স্বদেশাভিমুখে যা...ত্রা করিব। কিন্তু ভরসা করি, যে সোমপ্রকাশে লণ্ডনীয় পত্র যেন এই পর্য্যন্ত চিরকালের নি...মিত্ত শেষ না হয়। আমি নানা কার্য্যে ব্যাপৃ...ত থাকিয়া পাঁচ মাস যাবৎ আপনাকে পত্র লি...খিয়াছি। কোন ক্রমেই উচিত মত করিয়া লিখিতে পারি নাই; আমার লিপি সম...স্ত সুতরাং অশেষ দোষের আধার স্বরূপ হই...য়াছে। কিন্তু ইহা সম্পূর্ণ ক্ষমাযোগ্য। ... আমার অবস্থা বিবেচনা করিয়া আপনা... সমস্ত পাঠকেরা আমাকে ক্ষমা করিবেন।

বিষয়ে অন্য কোন শক্তি প্রয়োগ অবকাশ তাত করিয়া যথোচিত রূপে আপনার পার্টিদের আনন্দ ... হইবেন। ... ভয় ... অতএব করিয়া ক্রমশঃ আমাদেশীয় লোক যে ইংলণ্ডে আগমন করিবেন, তাহার সম্যক ল... প্রতীত হইতেছে। এই দেশে আসি ... ইংরেজদের সহযোগ করা ভারতবর্ষীয়দিগের মনোন্নতির এক প্রধান উপায়। যাঁহাদের ...স, অর্থাধিক, যাঁহাদের অর্থ সংগতি আছে, যাঁহারা কৃতবিদ্য, তাঁহাদের অধিকংখ্য লোক ভয় পরিত্যাগ করিয়া এই মনোহর সর্ব্বরাজ্যতুল্য দ্বীপে জীবনের কিয়দংশ ক্ষেপ করা উচিত। ভদ্র ব্যবহার করিলে অর্থাৎ অভদ্র ব্যবহার না করিলে ইংরাজদের নিকটে আদরের ত্রুটি নাই। আমি ...জনমদের মধ্যে অদ্ভুত চরিত্র লোক ...নার সহিত সাক্ষাৎ করিয়াছি। জীবন যে অসার পদার্থ নহে, তাহা ঈদৃশ চরিত্র সকল অধ্যয়ন করিলে বিলক্ষণ প্রতীত হয়। আমি স্বদেশাভিমুখে যাইতেছি, অথচ অতি দুঃখে ইংলণ্ড পরিত্যাগ করিতেছি। বলিতে কি, এখানকার দেশ যেমন শীতল, এখানকার লোকের হৃদয় ততোধিক উষ্ণ। সকরিম ব্যক্তির এদেশে আসিতে কোন ভয় নাই। লোকাপবাদ ভয় কেবল আমাদের যত অনর্থের মূল। আপনি, সম্পাদক মহাশয়! আমার সহিত একমত হউন আর না হউন, আমাকে অবশ্য জিজ্ঞাসা করিতে দিবেন যে কত দিন আর প্রবৃদ্ধ ব্যক্তি বালকের, দৃষ্টিযুক্ত ব্যক্তি অন্ধের, পণ্ডিত ব্যক্তি মূর্খের পথ অবলম্বন করিয়া চলিবেন? এরূপ পথে চলিয়া আমরা কেবল চিরকাল পরাধীনতা শৃঙ্খলে বদ্ধ আছি। অতএব পণ্ডিতেরা পরিত্যাগ করিয়া আমাদিগের একত্রে মনুষ্যের ন্যায় কার্য্য করিতে প্রবৃত্ত হওয়া সর্ব্বতোভাবে উচিত ইতি।

শ্রীউমিচাঁদ গুপ্ত।

গত ১লা ইংলণ্ডেশ্বরীর দ্বিতীয়া দুহিতার বিবাহ সম্পাদিত হইয়াছে।

বিবিধ সংবাদ।

২১এ শ্রাবণ সোমবার।

শ্রীহট্টের জাইণ্ট মাজিষ্ট্রেট আমলা, দোষ... প্রত্যর্থিগণকে কহিয়াছেন, যে সময়ে সময়ে প্রহার পর্য্যন্তও করিয়া থাকেন তাহাতে তত্রস্থ লোকেরা তাঁহার নামে ... গবর্ণমেণ্টের নিকটে নালীশ করিয়াছেন জ... মাজিষ্ট্রেট দিগিনিয়ান ও ... আবেদনকারীরা তাঁহার অরণ্যে রোদন করেন কেন?

শ্রীহট্টের সদর আমীনকে তত্রত্য জজ পদচ্যুত করিয়াছেন। সদর আমীন ও জজের অনেক গোপনীয় কথা প্রকাশ করিবার ভয় প্রদর্শন করিয়াছেন। জজ ভাইদের তাই না কি?

উত্তর পশ্চিমাঞ্চলের এক খানি পত্রে দৃষ্ট হইল কয়েক জন ফিরিঙ্গি শিক্ষকও কর্মের প্রার্থনায় তত্রত্য সাধারণ শিক্ষা কার্য্যের ডিরেক্টরের নিকটে আবেদন করেন। রিড সাহেব তাঁহাদিগের আবেদন গ্রাহ্য করেন নাই। তিনি তাহার এই কারণ প্রদর্শন করেন যে তাঁহাদিগের "সামাজিক পদ নাই"। বোধ হয় এ সমাচার সত্য নয়, সত্য হইলেও এখানকার অনেকে মারা যান।

২৪ পরগণার জজ লাটোর সাহেব (যিনি কিছু দিনের জন্য প্রধানতম বিচারালয়ের বিচার পতি হইবেন কথা ছিল) পীড়া বশতঃ ছয় মাসের বিদায় লইয়া ইংলণ্ডে যাইতেছেন। অযোধ্যার কাবেল সাহেব অথবা মেদিনীপুরের রসেল সাহেব তাঁহার পরিবর্ত্তে নিয়োজিত হইবেন।

বাবু রাখালদাস হালদার (ইনি কিছু দিন পূর্ব্বে ইংলণ্ডে গমন করিয়াছিলেন) গত মহিনার স্বদেশে প্রত্যাগমন করিয়াছেন। ইনি যোগ্য ব্যক্তি, ইহার একটী যোগ্য পদ লাভ হইলেই আমাদিগের আন্তরিক আনন্দের বিষয় হয়।

ইংলিসম্যান বলেন, প্রিন্স অব ওয়েলসের এদেশে আগমন করা উচিত নহে, তাহা হইলে তাঁহার লেয়ার্ড ও রসেল সাহেব প্রভৃতির ন্যায় সংস্কার হইবে। হাঁ। শ্রীরবিকারিদিগের কার্য্য প্রণালী সকলে জানিতে পারেন সেটি ভাল নয়! সিংহ ব্যাঘ্রাদি রাত্রি ও অন্ধকারই ভাল বাসে।

ঢাকা প্রকাশ বলেন, তত্রত্য বিখ্যাত জমীদার পোগস সাহেব একটী চাঁদা করিতেছেন। তত্রত্য কালেজের কয়েক জন ছাত্র-বিদ্যাছাত্রকে সিবিলসর্ব্বিসের পরীক্ষার্থে ইংলণ্ডে পাঠাইবার নিমিত্ত মূল ধন সংগ্রহ করাই ইহার উদ্দেশ্য। পোগস সাহেব ... অনেক মূল্যবান সামগ্রী দান করিয়াছেন। তত্রত্য লোকেরা এক্ষণে তাঁহার সবিশেষ সহায়তা করেন এই আমাদিগের অনুরোধ।

উক্ত পত্র শ্রবণ করিয়াছেন ঢাকাতের ভূমি জরিপ আরম্ভ হইয়াছে। নীলগ্রাম প্রদেশের ভূমি সকল কবে জরিপ হইবে?

হিন্দুপেট্রিয়ট প্রধানতম বিচারালয়ের একটি অন্যায় আজ্ঞার প্রতিবাদ করিয়াছেন। সম্প্রতি ষ্টেয়র ও মর্গান সাহেব এক মোকদ্দমায় স্থির করিতেছেন, জমীদারের মাত্রে ও গবর্ণমেণ্টরা মৌরসি পাট্টা দিতে পারিবেন। এরূপ নিয়ম হইলে কেবল যে জমীদারেরা বিপদাপন্ন হইবেন এরূপ নহে, ভারতবর্ষে জালকারিতা ও প্রবঞ্চনা প্রভৃতির অ... একটি দ্বার উদ্ঘাটন করিয়া দেওয়া হইবে।

শ্যাম দেশ হইতে চীনদেশ পর্য্যন্ত একটি রেইলওয়ে করিবার প্রস্তাব হইতেছে।

পেনাঙ্গ বন্দরে কয়েদিদিগের বিষয়ে এক রিপোর্ট প্রকাশ হইয়াছে। এক্ষণে সর্ব্বশুদ্ধ ২,২০২ কয়েদি আছে। ইহার মধ্যে ১৮৩৩ জন পুরুষ ও ১২৫ টি স্ত্রীলোক আছে। স্ত্রীলোকেরা প্রায় বিবাহিতা। অনেকে বিবাহ করিতে ইচ্ছুক, যাহারা বিবাহ করিয়াছে তাহারা স্বতন্ত্র বাস করিয়া স্বাধীন হইয়া জীবিকা নির্ব্বাহ করিতেছে। তথায় অধিকসংখ্য স্ত্রীলোক প্রেরণ করা কর্ত্তব্য। অনেকে কলিকাতা প্রভৃতিস্থানে অতি জঘন্য অবস্থায় কালক্ষেপণ করিতেছে, তাহারা পুনর্ব্বার গৃহস্থাশ্রমে প্রবেশ করিতে অভিলাষী হইবে সন্দেহ নাই। রুশীয় গবর্ণমেণ্ট সাকুরিয়ার উপনিবেশের লোক সংখ্যা বৃদ্ধি করিবার এই উপায় অবলম্বন করিয়াছেন!

টাইম্স অব ইণ্ডিয়ার এক জন পত্র প্রেরক বলেন টমাস নামক এক ব্যক্তি ভারতবর্ষে বিদ্যালয় স্থাপন ছল করিয়া লণ্ডনে চাঁ... করিতেছে। এই প্রবঞ্চক এক বার না কারারুদ্ধ হইয়াছিল?

পুনা অবজারবর বলেন, আমেদাবাদের কালেক্টর কাতিওয়ারের রেসিডেণ্ট হইবেন। পূর্ব্ব রেসিডেণ্ট তত্রত্য সমাসকে অপমা...

[illegible] তাহাকে [illegible]
[illegible] আজ্ঞা দিয়াছেন [illegible]
[illegible] রাখিবে [illegible]
[illegible]

[illegible] ব্রহ্মদেশী [illegible]
[illegible] করিয়াছেন। [illegible] রাজা তাঁহাদিগ[illegible] প্রেরণ করেন। [illegible] খৃষ্টীয় ধর্ম্ম [illegible] অবলম্বন করিয়াছেন। এ দিকে রাজা তাঁহা[illegible] দিগকে স্বদেশে প্রত্যাগমন করিবার আজ্ঞা [illegible]য়াছেন। এমন স্থলে গবর্ণমেণ্টের কর্ত্তব্য [illegible] খৃষ্টীয় ধর্ম্ম গ্রহণাপরাধে বালকেরা [illegible]পীড়িত না হয়।

গত শনিবার সর জর্জ কৈ ওয়েলসের আ[illegible] ক্রমে কিসার সাহেব ডগলাস সাহেব ও [illegible] প্রিম কোর্টের অন্য অন্য কর্ম্মচারির দোষে[illegible] বিষয় প্রকাশ করেন। কর্ম্মচারিরা উৎকোচ [illegible]হণ করেন কি না তাহা এখনও প্রকাশ হয় [illegible]ই। ডগলাস সাহেব আসিলে তাহা জানা [illegible]ইবে। কিন্তু অনেক সময় অর্থিপ্রত্যর্থি দি[illegible]ার বৃথা বিলম্ব ও কষ্ট হয় তাহা বিলক্ষণ স[illegible]মাণ হইয়াছে। সর জর্জ কৈ ওয়েলস উক্ত [illegible] সাহেবকে দুর্ব্ব্যবহারের নিমিত্ত তি[illegible]কার করিয়াছেন। তিনি কিসারকে ৮০ টাকা [illegible]স্থানে ১০০০ টাকা ব্যয় করান। উকিল দি[illegible] পাওনা আর কিসে?

গবর্ণমেণ্টের ভিন্ন [illegible]ভাগে নিম্ন লি[illegible] টাকা ঋণ আছে।

ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের	৫,৮৪,৫৮,৪২০
বঙ্গদেশীয় ঐ	২,০৫,২৬,৭৮০
উত্তর পশ্চিমাঞ্চলের	৩,১৮,০৩,৯২৬
পঞ্জাবের	১,১২,১৫,২৭১
বোম্বাইয়ের	৩,৪৫,০৮,৫০৮
মধ্যভারতবর্ষের	৬১,০৯,৮৭
দাক্ষিণাত্যের	২০,৯০,৭৪৯
মান্দ্রাজের	৩,০৭,৩২,৪৭৫
মোট	১৯৬৫৯৫২৫২

নিম্ন লিখিত গবর্ণমেণ্টের নোট প্রচলিত [illegible]য়াছে।

কলিকাতা	২,৪০,০০,০০০
বোম্বাই	১,৫২,০০,০০০

[illegible]

মোট [illegible]

[illegible] সাপ্তাহিক [illegible] (প্রকাশিত [illegible]) খানি নূতন সাপ্তাহিক [illegible] প্রাপ্ত হইয়াছি। এতদ্দেশীয় কোন [illegible] ব্যক্তি ইহা প্রচার করিয়াছেন। ইহার প্রস্তাবগুলি উৎকৃষ্ট হইয়াছে। কিন্তু ইহা [illegible] প্রকাশিত হইলে অধিকতর উপকা[illegible]রের নিমিত্ত হইত।

[illegible] শ্রাবণ মঙ্গলবার।

আমরা বর্দ্ধমানের অন্তঃপাতী জৌগ্রাম হইতে একখানি প্রেরিত [illegible]াইয়াছি, তা[illegible]হাতে লিখিত হইয়াছে "শুনিলাম, পল্লীগ্রামে দারোগার পদ একবারেই উঠিয়া গেল। দুই তিনটী পুলিষ লইয়া এক এক জন ইনস্পেক্টর নিযুক্ত হইবেন। তাঁহারই আজ্ঞানুসারে পুলিষ সংক্রান্ত সমুদায় কার্য্য নির্ব্বাহ হইবেক। কিরূপ ব্যক্তি যে ঐ পদে নিযুক্ত হইবেন আমরা ভাবিয়া কিছুই স্থির করিতে পারিতেছি না। জৌগ্রাম নিবাসী কোন আধুনিক ধনীর পুত্রকে পূর্ব্বোক্ত পদের উপযুক্ত পাত্র মনোনীত করিয়া গবর্ণমেণ্টে একখানি আবেদন পত্র প্রেরিত হইয়াছে। আমরা শুনিয়া অবধি যে কিরূপ দুঃসহ দুঃখ অনুভব করিতেছি লিখিয়া কি জানাইব। তিনি যদি সচ্চরিত্র সাধুশীল অথবা কোন প্রকার সদ্গুণ সম্পন্ন হইতেন তাহা হইলে এরূপ কথা মুখে আনা দূরে থাকুক, অন্তঃকরণেও স্থান প্রদান করিতাম না।" পত্র প্রেরকেরা এত ভীত হইয়াছেন কেন? গ্রামস্থেরা একবাক্য থাকিলে তাহারও অন্যায় করিয়া কৃতকার্য্য হইবার সম্ভাবনা নাই।

মফস্সলাইট বলেন, দিনাজ হইতে ওলাউঠা অন্তর্হিত হইয়াছে।

ইংলিসম্যানের এক জন পত্র প্রেরক লেঙ সাহেবের বিচারের এক প্রসঙ্গ করিয়া বলিয়াছেন "তিনি (লেঙ সাহেব) স্বেচ্ছাপূর্ব্বক সর্ব্বসাধারণকে ভুলাইয়া গবর্ণমেণ্টের কাগজের মূল্য বৃদ্ধি করিয়াছেন। কোন বণিকসমাজ আপনাদিগের অংশ বৃদ্ধি করিবার অভিপ্রায়ে যদি মিথ্যা আয় প্রকাশ করিতেন তাহা হইলে কি আইন অনুসারে তাঁহাদিগের দ[illegible]

[illegible] উত্তর [illegible]
[illegible] স্বেচ্ছাপূর্ব্বক দিয়া [illegible]
[illegible] অন্যায়।

[illegible] পাঠাইয়া [illegible] দিগের হস্তে [illegible] সর্ব্বোৎকৃষ্ট হইয়াছে। [illegible] ও বিলাতি দ্রব্যে অন্যান্য [illegible] করিয়াছেন। বিলাত দ্রব্যে [illegible]

কর্ণেল ভেবিডসনের পদে [illegible] নিজাম নিযুক্ত হইবেন কথা [illegible]। ইং[illegible] দিগের পুরুষেরা শাসন ও যৌদ্ধ কার্য্যে উপযুক্ত, তাহা ভারতবর্ষের [illegible] লক্ষণ সপ্রমাণ হইয়াছে।

কাশীরার লোকেরা [illegible] স্বত্ব ও অধিকার প্র[illegible]। তজ্জন্য সংবাদ পত্র সকল, কর্ম্মচারিরা, সে[illegible] নাপতিগণ পর্য্যন্ত [illegible] ও স্বাধীন শাসন প্রণালী প্রবর্ত্ত হইয়াছেন। নি[illegible]পীড়িত লোকদিগকে সুশাসন প্রণালীপ্রদা[illegible]নের অনুরোধ করা হইতেছে। [illegible] জাতা অনতীকাইম স্বাধীন হওন [illegible] হইয়াছেন। কাশীরার অনেক স্থলে বিদ্রোহের লক্ষণ দেখা যাইতেছে। হঠাৎ অনেক স্থানে অগ্নিসংযোগ হইতেছে তদ্বিমিত্ত [illegible] গবর্ণমেণ্ট ভীত হইয়াছেন। লোকে [illegible] বিখ্যাত হইলে কোন গবর্ণমেণ্টের [illegible] স্বেচ্ছাচার করেন?

মিলিটেরিয়াত বলেন ১৫টি আর্পীল উত্তর পশ্চিমাঞ্চলের সদর নিজামতে রাওসাহেবের মোকদ্দমা হইবে।

এরূপ জনশ্রুতি লার্ড ক্লানরিকার্ডের দ্বিতীয় পুত্র লার্ড কানিঙের সম্পত্তির সহিত তদীয় উপাধি প্রাপ্ত হইবেন। এই বংশের নাম বিলুপ্ত না হয় ইহা অত্যন্ত প্রার্থনীয়।

টেলিগ্রাফে সংবাদ আসিয়াছে, লেক সাহেব সর চার্লস উড্ডের বিপক্ষে এক পুস্তক প্রকাশ করিয়াছেন। ইংলণ্ডীয় সর্ব্বসাধারণ লোকে সর চার্লস উড্ডের সপক্ষতা করিয়াছেন। 771.

উড়িষ্যার নরবলি ও বালিকা হত্যা নিবারণের জন্য যে সকল কর্ম্মচারী ছিলেন, তাঁহাদিগকে ছাড়াইয়া দিয়া এই কার্য্য তত্রস্থ পু[illegible]

লিবের মধ্যে, [illegible] বৎসর ৩৮০০০ [illegible]

রাণীগঞ্জের [illegible] তারা বাঁচিয়া [illegible] কাহারও প্রাণ বিনাশ [illegible]

বিদ্রোহীদিগের [illegible] যাইবে? সংবাদ [illegible] ও পুণাতে পুর্ব্বকার [illegible] আরম্ভ করিয়াছে। [illegible] এক ঘোষণা পত্রদ্বারা তাহাদিগের [illegible] প্রকাশ করিলে বোধ হয় এই [illegible] দূর হইতে পারে।

[illegible] এক খানি সংবাদ পত্রে লিখিত হইয়াছে, নবেম্বর মাসে গবর্ণর জেনেরল, প্রধান সেনাপতি ও অন্যান্য লেপ্টনেণ্ট গবর্ণর আগরায় মিলিত হইয়া মধ্য ভারতবর্ষে গমন করিবেন। ইহার কারণ জানা যায় নাই। ১লা নবেম্বর গবর্ণর জেনেরল কাশীপুরে রোইজকরে খুলিবেন।

আমরা দুঃখিত হইলাম, বাঙ্গালী পত্র পুনর্ব্বার বাল্য বিবাহের পক্ষতা করিয়াছেন। এক্ষণে এ সকল কুপ্রথায় অনুমোদন করা এক প্রকার বুদ্ধি শক্তি প্রদর্শন মাত্র।

২৯ এ শ্রাবণ বুধবার।

বোম্বাই নগরে মালব দেশীয় অহিফেনের বাক্স ১৬০০ টাকায় বিক্রীত হইয়াছে। বোধ হয় এক অহিফেনে আমাদিগের অনুলাম দূর করিবে।

ফিনিক্স প্রবণ করিয়াছেন, রাউলাও মণি সাহেব উত্তর পশ্চিম কলের প্রতিনিধি স্বরূপ ভারতবর্ষীয় সভার অন্যতর সভ্য হইবেন।

উক্ত পত্র অবগত হইয়াছেন, হারিসন সাহেব শীঘ্র ইংলণ্ড হইতে প্রত্যাগমন করিয়া বঙ্গ দেশের ডেপুটি অডিটর ও আকাউণ্টাণ্ট জেনেরল হইবেন।

পরিদর্শক বলেন গত কল্য [illegible] স্টেশনে (পূর্ব্ব বাঙ্গালার রেইলওয়ে) এক ব্যক্তি হাতে টিন বসাইতেছিল এমত সময়ে সে ভূমিতে পতিত হয়। তাঁহাকে তৎক্ষণাৎ মেডিকালকালেজে প্রেরণ করা হইল কিন্তু কিয়ৎক্ষণ মধ্যেই তাহার প্রাণ বিয়োগ হইয়াছে।

[illegible] বলেন, সিন্ধুদেশে এ বৎসর ৬,৬২০ বিঘা নীল হইয়াছে। গত বৎসর ৩৩৩৩ বিঘায় এই চাস করা হয়। নীলের সম্বন্ধে আমাদিগের ঘৃণা ও ভয়ের উদয় হয়।

সিন্ধুদেশে নিম্ন লিখিত ভূমির কর আদায় হইয়াছে।

	১৮৬০।৬১	১৮৬১।৬২
করাচি	৫,০৩,০৯৩	৫,৪৪,০০০
হায়দরাবাদ	৯,৫৩,৫৮৭	৯,৯২,২৭৩
শিকারপুর	১২,৭৭,৫৫৪	১৫,৫২,৩১৬
উত্তর সিন্ধু	৯৯,৮৭৯	১,১৩,৯৪৫
পারকর	১,০৯,৫৭২	১,৫৪,০২৩
মোট	২৯,৪৩,১৪৪	৩৩,৫০,৫৬০

খাল খনন প্রভৃতি দ্বারা ভূমির শস্য বৃদ্ধি হওয়াতে এই কর বৃদ্ধি হইয়াছে।

নীল গিরিতে চা অঙ্কুর হইয়াছে। আরাকানের চা কোন কোন অংশে আসামের চা অপেক্ষা উৎকৃষ্ট হইয়াছে আমাদিগের জমীদারেরা চায়ের চাষ করেন না কেন?

পুনা অবজারবর বলেন, ইংলণ্ড হইতে রাজস্ব বিষয়ের মন্ত্রী আসাতে আমাদিগের কেবল ক্ষতি ও কষ্ট হইতেছে। উইলসন সাহেব এক ভয়ানক কর স্থাপন করিয়া গিয়াছেন লেঙ্গ্ সাহেবও আমাদিগের কষ্ট দূর করিতে পারিলেন না। একথা বড় মিথ্যা নয়।

গত সপ্তাহে টেলিগ্রাফে সংবাদ আইসে আমেরিকার গবর্ণমেণ্টের প্রধান সেনাপতি মাক্লিলন পরাজিত হইয়া আত্মসমর্পণ করিয়াছেন। কল্য ইংলিসম্যান এক টেলিগ্রাফ পাইয়াছেন, এ সংবাদ মিথ্যা। মাক্লিলন রিচমণ্ডে পুনর্ব্বার অগ্রসর হইয়াছেন। সভাপতি লিঙ্কলন তাঁহার শিবির দর্শন করিয়া সন্তুষ্ট হইয়াছেন। প্রথমেই আমাদিগের এই সংবাদে অবিশ্বাস হইয়াছিল। দেড় লক্ষ সৈন্য সমভিব্যাহারে এপর্য্যন্ত কোন সেনাপতি আত্মসমর্পণ করেন নাই।

বহুবাজারের এক জন সদ্বংশজ সূত্রধর তাঁহার বিধবা কন্যার বিবাহ দিবেন সঙ্কল্প করিয়াছেন। আমরা কোন কারণ বশতঃ এক্ষণে তাঁহার নামোল্লেখ করিলাম না। অনেক সূত্রধর এবিষয়ে সম্মতি প্রদান করিয়াছেন।

[illegible] একটী [illegible] দিয়াছিলেন [illegible]

[illegible] মিউনিসিপালিটীর [illegible]

[illegible] রাজধানীর [illegible] টাকা দিতেছেন। এই [illegible] পার্শিয়াদের একটী পুষ্করিণীর মধ্যে কীলের ন্যায় স্থাপিত। [illegible] এ নবনুমারগিরকে [illegible] অবস্থায় রাখা কর্ত্তব্য।

সিন্ধু দেশে এ বৎসর ৫০০০০ মণ তুলা [illegible] হইয়াছে। তত্রত্য সংবাদ পত্র বলেন, আগামী বর্ষে ইহার তিন গুণ তুলা জন্মিবে। এক আহ্লাদের বিষয় এই যে এই বাণিজ্য দেশবাসীদিগের হস্তেই আছে। সকল বিষয়ে এই প্রকার হইলেই ভাল হয়।

মকায় এক্ষণে নানাবিধ ভবিষ্যৎ বাণী হইতেছে। এক জন লোক বলিয়াছেন মহম্মদ তাঁহাকে স্বপ্নে দিয়াছেন, গেব্রিএল দূত ইমাম মেহদি নামে ১৮৬৩। ৬৪ অব্দে অবতীর্ণ হইয়া সমুদায় খৃষ্টীয়ানকে বধ করিবেন। খৃষ্টীয়ানেরা মকা লইলেই তাঁহাদিগের উচ্ছেদ হইবে। বিদ্যা মুসলমানদিগের মধ্যে বড় প্রবেশ করিতেছে না। অতএব তাহারা অধিক কাল পর্য্যন্ত এইরূপ স্বপ্ন দেখিবে সন্দেহ নাই।

দ্বিতীয় ইউরোপীয় সেনা দলে ওলাউঠা হওয়াতে তাহাদিগকে স্থানান্তরিত করা হইয়াছে।

চীন দেশের রাজধানী পিকিনে বিদেশীয়েরা যেচ্ছামত যাইবার অনুমতি পাইয়াছেন। সম্রাটের পিতৃব্য রাজকুমার কংএর যত্নেই এই সকল হইতেছে। চীন দেশে বিদ্রোহীরা হতবল হইয়াছে। নানকিন শীঘ্র সম্রাটের হস্তে পতিত হইবে। অতএব উক্ত প্রাচীন রাজ্যে পুনর্ব্বার শান্তি স্থাপিত হইবে তাহার সম্ভাবনা দেখা যাইতেছে।

মান্দ্রাজ টাইম্‌স বলেন, কাকাপার [illegible] ট্রেট এডবরণ সাহেব সম্প্রতি মান্দ্রাজ গবর্ণমেণ্টের নিকট এই বলিয়া প্রস্তাব করেন এতদ্দেশীয় ধাত্রী ও কবিরাজেরা [illegible] প্রযুক্ত অনেক লোকের প্রাণ নষ্ট করেন, অতএব ইহা দলের দণ্ড দেওয়া কর্ত্তব্য। [illegible] পক্ষে ইহাদিগকে সাবধান করিয়া দেও[illegible]

আ[illegible] মান্দ্রাজ গবর্ণমেন্ট [illegible] অসন্তুষ্ট হইয়া তত্রত্য [illegible] [illegible]র [illegible]কে টেলিগ্রাফে ইউরোপীয় রি[illegible]দিগের শিক্ষাইবার সহজ উপায় উদ্ভাবন করিতে অনুরোধ করিয়াছেন। এদিকে বীডন সাহেব [illegible]মহাশয়দিগকে "পণ্ডিত" করিতেছেন। সর [illegible] ক্রেমিসন কমিশনরদিগকে দ্বিতীয় [illegible] আপনি সুপারি করিবেন। আমি জানি মূর্খদিগেরই মঙ্গল!!!

ত্রিবঙ্কুরের রাজার এক জন ভৃত্য এক ব্যক্তিকে হত্যা করিতে আজ্ঞা দেওয়াতে তাঁহার যাবজ্জীবন কারাবাসের আজ্ঞা হইয়াছে। যথার্থ হত্যাকারীর ফাঁসী হইয়াছে। ত্রিবঙ্কুরের রাজা অনেক বিষয়ে শাসনের উৎকর্ষ সাধনে বিশেষ আগ্রহ প্রকাশ করিতেছেন।

ভারতবর্ষের যাবতীয় রেলওয়ে কোম্পানি সর্ব্বসাধারণের সংবাদ টেলিগ্রাফে পাঠাইতে পারিবেন। পূর্ব্বে তাঁহারা কেবল আপনাদিগের সংবাদ পাঠাইতে পারিতেন। অন্য অন্য সংবাদ গবর্ণমেন্টের টেলিগ্রাফে পাঠাইবার নিয়ম ছিল। গবর্ণমেন্ট ও রেলওয়ে কোম্পানির প্রতিযোগিতা হওয়াতে সর্ব্বসাধারণ অল্প ব্যয়ে সংবাদ পাঠাইতে পারিবেন তাহার উপায় হইল।

চীন দেশের বিদ্রোহে গবর্ণমেন্ট যথার্থই হস্তার্পণ করিতেছেন। এক রেজিমেন্ট বেলুচিকে প্রেরণ করা হইতেছে। সর্ব্ব শুদ্ধ চারি রেজিমেন্ট এতদ্দেশীয় সেনা চীন দেশে গমন করিবে। এই ব্যয় শেষে ভারতবর্ষের স্কন্ধে পড়িবে সন্দেহ নাই।

৩১এ [illegible] শুক্রবার।

ইণ্ডিয়ান মিরর ভারতবর্ষীয়দিগের সার্ব্বজনিক ঔদাসীন্যের বিষয়ে আক্ষেপ করিয়াছেন। এ আক্ষেপ নিষ্কারণ নহে।

উক্ত পত্র বলেন, এক সম্ভ্রান্ত স্ত্রীলোক ইংলণ্ড হইতে এক জন বাঙ্গালীকে বঙ্গ ভাষায় পত্র লিখিয়াছেন। শব্দগুলি যথারীতি প্রয়োগ করা হইয়াছে, এবং অক্ষর গুলি প্রায় ছাপার অক্ষরের ন্যায়। সম্পাদক এতদ্দেশীয় রমণীদিগকে এই বিষয়টীকে দৃষ্টিপথে রাখিয়া লেখা পড়ার মনোযোগ করিতে অনুরোধ করিয়াছেন। রমণীদিগের অপেক্ষা তাঁহাদিগের পিতা, ভ্রাতা ও স্বামীকে বলাই উচিত ছিল।

চীনদেশ হইতে সংবাদ আসিয়াছে বিদ্রোহীরা সাংহে হইতে পলায়ন করিয়াছে। জাপানে এক ব্যক্তি ইংরাজ কনসলকে বধ করিবার চেষ্টা পায়। কিন্তু কৃতকার্য্য হইতে পারে নাই। অপর দুই ব্যক্তিকে আহত করিয়া নিজে হত হইয়াছে। ডালহৌসি [illegible]

[illegible] ব্যক্তি আহিফেনের জাল [illegible] দিয়াছিল, তাহার আট বৎসর মিয়াদ হইয়াছে। [illegible] ধানে অদ্যাপি কোন [illegible] না হয় নাই।

[illegible]কাতার মিউনিসিপাল কমিশনরেরা [illegible] পর আগরিত হইয়াছেন। [illegible] অন্যের এক একে গোয়েটে তাঁহারা রাস্তার জল দিবার কারণে কণ্ট্রাক্টারদিগকে বিজ্ঞাপন দিয়াছেন। আপাততঃ পাঁচ খানি গাড়ি হইবে। এখনই আরম্ভ হইবে না কি? এক্ষণ রাস্তায় জল দিবার উপযুক্ত সময় বটে।

সর হিউ রোজ কমিসরিএট ডিপার্টমেন্ট সংশোধন করিবার অভিপ্রায়ে উক্ত ডিপার্টমেন্টের প্রধান কাপ্তেন ফিটজারাল্ড ও সেনা দলের কর্ণেল গ্রিইণ্টীকে নিযুক্ত করেন। এই দুই কর্মচারী বিবাদ করাতে কাপ্তেন ফিটজারাল্ড প্রধান সেনাপতিকে গালি দেন। তন্নিমিত্ত তাঁহার পরিবর্ত্তে মেজর রাউটনকে নিয়োজিত করা হইয়াছে।

পঞ্জাব গবর্ণমেন্ট তত্রত্য অবৈতনিক মাজিষ্ট্রেটদিগের কার্য্যের এক রিপোর্ট করিয়াছেন। মাজিষ্ট্রেটেরা যথানিয়মে কার্য্য করিয়া গবর্ণমেন্টের সন্তোষ বর্দ্ধন করিয়াছেন। কোন্ বিষয়ে আমাদিগের ত্রুটি আছে। তথাপি আমরা [illegible] দলের মন পাই না।

বোম্বাইয়ের ব্যাঙ্ক ইনকম ট্যাক্স বাদে অংশীদিগকে শতকরা ৯ টাকা দিয়াছেন। সর চারলস উড ঐ সাহেবের বন্দোবস্তে যথার্থই ক্রুদ্ধ হইতে পারেন।

কোচিনে জোসেফ নামক এক জন ধূর্ত্ত ইউরোপীয় ধৃত হইয়াছে। উক্ত ব্যক্তি হংকংএর অহিফেনের কুঠি হইতে কয়েক সহস্র টাকা চুরি করিয়া আনিয়াছিল। সে এক দিন এক হোটেলে সুরাপানে উন্মত্ত হইয়া ঐ কথা বলিয়া ফেলে। তাহাতেই তাহাকে ধৃত করা হয়।

অতিশয় বৃষ্টি হওয়াতে সিন্ধু রেইলওয়ে ভগ্ন হইয়াছে।

ফিনিক্স বলেন, প্রিন্স অব ওয়েল্স কোন কারণ বশতঃ এবৎসর ভারতবর্ষে আসিতে পারিলেন না।

বোম্বাইয়ের "জুতা খুলিবার গোলযোগের" বিষয়ে যে কমিসন নিযুক্ত হন, তাঁহারা বলিয়াছেন জুতা খোলা পারসীধর্ম্মের বিপরীত। বিপরীত হইলে হয় কি, এদেশীয়েরা জুতা খুলিয়া ইংরাজদিগের কাছে যাইবেন, আর ইংরাজেরা জুতা পরিয়া এতদ্দেশীয়দিগের দরবারে যাইবেন, এইটী করাই [illegible] হইয়াছে।

[illegible]
[illegible] মেজেস্ট্রেট [illegible]
[illegible] হওয়াতে [illegible]
[illegible]দিগের [illegible]
[illegible] এক সারার্থ [illegible]
[illegible] করিয়াছেন।

[illegible] পর বোম্বাইয়ের [illegible] বাহাদুর [illegible] তাঁহার [illegible] বাস করিত, তাহার [illegible] অবস্থায় ছিল। [illegible] তাহাকে হত্যা করিয়াছে [illegible] অবশেষে পুলিস কর্ত্তৃক ধৃত হইয়াছে।

[illegible] [illegible] [illegible] কলিকাতার বোর্ড ও [illegible] বলিয়া অনেক [illegible] নিযুক্ত হইয়াছেন।

নিম্ন লিখিত মূল্যে [illegible] বিক্রীত হইয়াছে।

৪ টাকার শিক্কা	[illegible]
৪ টাকার কোম্পানির	[illegible]
৫ টাকার	[illegible]
৫ টাকার	[illegible]

গবর্ণমেন্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেন্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

২৮। আগষ্ট—লেপ্টেনেন্ট ই, গ্রাই, [illegible] আসামের এক জন সহকারী কমিশনর [illegible] হেন।

কাউ খালির মুন্সেফ মৌলবী [illegible] বাকরগঞ্জে ১৮৫৯ সালের ১৭ আইনের [illegible] ধারানুসারে ডেপুটি কালেক্টরের [illegible] হইবেন।

৪ঠা আগষ্ট—[illegible] [illegible] বাপাধ্যায় [illegible] [illegible] প্রাপ্ত হইলেন।

৫ই আগষ্ট—[illegible] [illegible] সালের ১৮৫৮ [illegible] আইন অনুসারে উক্ত জেলার [illegible] [illegible] ক্ষমতা প্রাপ্ত হইবেন। এই [illegible] [illegible] অনুসারে হইবে।

৬ই আগষ্ট—[illegible] সাহেব [illegible] [illegible] সহকারী মাজিষ্ট্রেট ও কালেক্টর [illegible] [illegible] আইনের ২২ ধারানুসারে [illegible] [illegible] অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

৭ই আগষ্ট—নিম্ন লিখিত ডেপুটি [illegible] [illegible] ও ডেপুটি কালেক্টরেরা সম্পূর্ণ [illegible] মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের ক্ষমতা [illegible] হেন।

বাবু [illegible] চট্টোপাধ্যায়	জিলা [illegible]
বাবু [illegible] রায়	নদীয়া [illegible]
বাবু হরিমোহন ঘোষ	মুর্শিদা[illegible]

বাবু বঙ্কিমচরণ পাল

বাবু রমুলাল ঘোষ

[illegible]

বাবু কালিকাপ্রসাদ দত্ত

[illegible]।

এচ, জবলিউ, বাঙ্গালার সাহেব [illegible]।

৮ই আগষ্ট—[illegible] সাহেব [illegible] মব ডেপুটী অধিকেন এক্টেনী হইবেন।

জবলিউ, এচ, [illegible] সাহেব সাহা-বাদের মব ডেপুটী অধিকের এক্টেনী হইবেন।

ডি, ব্রাউন সাহেব [illegible] মব ডেপুটী অধিকেন এক্টেনী হইবেন।

৯ই আগষ্ট—ই, টি, [illegible] সাহেব পরীক্ষা সভার এক জন সভ্য হইবেন।

পি, এ, [illegible] সাহেব [illegible] অফিসিয়েটিং মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর হইবেন।

মেদিনীপুরের ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর মৌলবী মহম্মদ আলি [illegible] বদলী হইয়া [illegible] আইনের ২৫ ধারানুসারে দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন। ইহা দ্বারা তাঁহার পরীক্ষার নিরোধ রহিত হইল।

১১ই আগষ্ট—বি, টি, [illegible] সাহেব [illegible]পুরের অফিসিয়েটিং মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর হইবেন।

মৌলবী [illegible] মহম্মদ [illegible] জন্য তুহবীর অতিরিক্ত প্রধান সদর আমীন হইবেন।

—•—

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহোদয় সন্নিধানেষু।

আপনি জমিদারদিগকে পুরাণপাপী বলিয়াছেন! কি আশ্চর্য্য! দিন দিন কি কলিকাল উপস্থিত হইল! ভদ্রলোকের আর মান থাকা ভার। পূর্ব্বের দুগ্ধ টাকায় আধ মণ ছিল; এখন ৭ সের ৮ সের হইয়াছে, এক্ষণে বড়মানুষদের [illegible] কোন সুখই নাই, যা ছিল আপন আপন প্রজা ও খাতকের নিকটে, তাহাও ইংরাজ বাহাদুর এক দশ আইন বাহির করিয়া উৎসন্ন করিয়া দিয়াছেন। গ্রামের লোকেরা আমাদিগকে এখন আর তাদৃশ সম্মান করে না। কতক গুলা নব্য তন্ত্র একত্র হইয়াছে, তাহারা না সন্ধ্যাহ্নিক করে, না পিতৃ মাতৃ শ্রাদ্ধ করে, আবার আমাদিগের দেবার্চ্চনা সময়ে নৃত্য গীতাদির আলোচনা দেখিয়া দৈবকর্ম্ম তামসিক বলিয়া উপহাস করে। দিন দিন স্লেচ্ছ বিদ্যারই শ্রীবৃদ্ধি হইল। বাইতেছে, শ্লেচ্ছ মত সকল কি ধর্ম্ম বিষয় কি সামাজিক বিষয় কি রাজনীতি বিষয় সকল স্থলেই উত্তরোত্তর অধিক আদৃত হইতেছে। এই দেখিয়া শুনিয়া মনে করি [illegible], সর্ব্বজনাশ্লীদিগকে আমাদের বশে রাখা উচিত; সেই জন্য আর বৎসর পৌষ মাসে আমি [illegible] করিয়া গ্রামে একটী [illegible] আমাদের সকলে শ্রেণি-[illegible] একটা নাম দিয়া স্কুলের স্বত্বাধিকার সভাপতি করিয়া। এক্ষণে স্কুলে আপনার সোমপ্রকাশ ও দুই এক খানা ইংরাজি কাগজের [illegible] পরামর্শ দিল; আমি মনে [illegible] বিষয়ে সকলকে সন্তুষ্ট রাখা কর্ত্তব্য, অতএব আমার এত দে [illegible], তথাপি [illegible] স্বীকার করিতে হইল। কিন্তু দেখিতেছি, কিছুতেই লোকের মন উঠে না!

আমরা তোমাদের নিকট কি অপরাধ করিয়াছি যে আমাদিগকে তোমরা পুরাণপাপী বল? আমরা কি স্কুল করি নাই, আমরা কি ডিস্পেন্সরী করি নাই, না আমরা কি করি নাই; রাজা, প্রজা ব্রাহ্মণ, ভিন্ন গ্রামস্থ, সকল পক্ষকে সন্তুষ্ট করিতে চেষ্টা পাই, তবু কাহারও প্রিয় পাত্র হই না। কি কলির প্রভাব! যাহা হউক, তোমরা সকলে একত্র মিলিয়া আমাদিগের নিন্দা করিতে বসিয়াছ, আমরাও চেষ্টা পাইব, যাহাতে তোমাদিগের দর্প চূর্ণ হয়। পুরাণ পাপী! কি? খাতক ও প্রজা লইয়া কাজ করিতে হইলে, কাহার না সময়ে সময়ে দণ্ডবিধান করিতে হয়? সংসার ধর্ম্ম করিতে গেলে, বিষয় আশয় রক্ষা করিতে গেলে, কাহার না কোন্ সময়ে দুই এক খানা কাগজ প্রস্তুত করিয়া লইতে হয়। প্রজা অবাধ্য দুর্দ্দান্ত হইলে তাহাকে কি উপায়ে শাসন করা যাইতে পারে? তাহাকে মারিলে হইবে না, তাহাকে চুণের গুদামে পুরিয়া রাখিলে হইবে না, তাহার গরু বাছুর থাল [illegible] ভিটামাটি সমস্ত বিক্রয় করিয়া লও, কিছুতেই সে শাসিত হয় না, এরূপস্থলে তাহার পরিবারের উপর দৌরাত্ম্য না করিলে সে শাসিত হয় না। তাহা বলিয়া কি আমরা সর্ব্বদাই এইরূপ করি? তাহা নয়; সর্ব্বাঙ্গিকের সময় আছে; আর অন্ন দণ্ডের সময় আছে। ভূস্বামী যে ব্যক্তি হয় তাহার সকল বিচার করিয়া ও সাবধান হইয়া কাজ করিতে হয়। বিচারে কখন কাহারও লঘু দণ্ড হয়, কাহারও বা গুরু দণ্ড হয়। আর প্রজার পরিবারদিগের উপর জমিদারদিগের দৌরাত্ম্যের কথা লইয়া তোমরা যে আন্দোলন কর, সে সমুদয় অলীক। শতকে দুই পাঁচটা কখন ঘটে। আবার হিংস্র লোক অনেক আছে; ইহারা তিলকে তাল করিয়া তুলে তোমরাই ও বড় মন্দের মূল। এই তুমি সোমপ্রকাশ কাগজ ছাপাইতেছ, তুমি কোথায় আমাদিগের অবলম্বিত সৎ দুর্গোৎসবাদির সুখ্যাতি লিখিয়া আমাদিগের যশোরাশি দিগ্‌দিগন্তর ব্যাপী করিবে, তাহা না করিয়া কি কতকগুলা অলীক মিথ্যা কথা প্রয়োগ করিয়া কেবল নিন্দাই ই বড় আছে। পুরাণপাপী কিসের? কি আশ্চর্য্য! রাজা যুধিষ্ঠির যে অষ্টাদশ অক্ষৌহিণী সেনা বিনাশপূর্ব্বক এক রাজসূয় করিয়া পাপমুক্ত হইয়াছিলেন তাহা কি জান না? না তোমরা শাস্ত্র মান না? জমিদারেরা দোল করিতেছে, দুর্গোৎসব করিতেছে, ব্রাহ্মণ ভোজন করাইতেছে, দান ধ্যান করিতেছে, বার্ষিক বৃত্তি দিতেছে, এতদ্বারা ধর্ম্মানুষ্ঠানেও কি তখন সামান্য প্রজাপীড়ন জনিত পাপ তাহাদিগের শরীরে আশ্রয় করিতে পারে? আপনার বোধ হয় আপনি জানেন নাই। যদি কখন এ অধিকারের বাটীতে পূজার দুর্গা পঞ্জিকা, তাহা হইলে জানিতে পারিতেন আমার আলয়ে পাপ প্রবেশ করিবার পথ পায় না। জানি না বাবুরা অজ্ঞাতে কি করে; কিন্তু বাটীর ঈশানকোণে যে মদনমোহন প্রতিষ্ঠা করা গিয়াছে ও তদবধি যে জাগ্রৎ সাক্ষাৎ ভগবতী বিরাজ করিতেছেন; আমি শত সহস্রা ও শত কুলকামিনীর সতীত্ব নষ্ট করিলেও আমার বাটীতে পাপ প্রবেশ করিতে পারে না। আর কি জানেন? সংসার মায়ামাত্র। কাহার শরীর, কাহার পাপ, কাহার পুণ্য এ সকলই মিথ্যা। তবে বিষয় আশয় থাকিলে শাসনের জন্য কতক গুলা লোক জন রাখিতে হয়; দশ জন প্রতিপালন হয় সেও ভাল, আর খাজনাটা পত্রটা আদায় করে। তবে আপনি নিজ হস্তে শাসন করা দোষ। চাকর বাকর কি করে, না করে, তাহার তত্ত্ব আমরা সর্ব্বদা রাখিতে পারি না। আপন আপন সাংসারিক ও ধর্ম্ম কর্ম্ম লইয়াই সর্ব্বদা ব্যস্ত।

শুনিয়াছি আপনি না কি মহামহোপাধ্যায় পণ্ডিত। পুরোহিতকে জিজ্ঞাসা করাতে জানিতে পারিলাম আপনকার মান কর্ত্তা নাই। এবৎসর আগামী শারদীয় মহাপূজা সময়ে শ্রীচরণ দর্শন লাভ করিব। পত্রের দ্বারা বড় দূর সাক্ষাৎ হইতে পারে, তাহা মধ্যে মধ্যে হইবে। কিন্তু আমাদিগের [illegible] নিন্দাবাদ [illegible] করিবেন না। ইতি

১৯ শ্রাবণ ১২৭৯।

—•—

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু রাধানাথ রায়		করিমপুর [illegible]
১২৭৯। ১৫ই আষাঢ় হইতে ১৫ই পৌষ পর্য্যন্ত		কোং ৫ টাকা
” তিলকরাম মিশ্র জমীদার		[illegible]
১২৭৯ চৈত্র পর্য্যন্ত		কোং ১০ [illegible]
” অমৃতলাল মিত্র		কলিকাতা
১২৭৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত		কোং ৫ [illegible]
” শ্যামাচরণ ভট্ট		বহরমপুর
১২৭৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত		কোং ৫ [illegible]
” যদুনাথ চট্টোপাধ্যায়		[illegible]
১২৭৯ জ্যৈষ্ঠ অবধি কার্ত্তিক পর্য্যন্ত		কোং ৫ [illegible]
” অভয়চরণ রায়		শ্রী[illegible]
১২৭৯ চৈত্র পর্য্যন্ত		কোং ১০ [illegible]
” রাজকুমার বসাক		কলিকাতা
১২৭৯ ভাদ্র অবধি মাঘ পর্য্যন্ত		কোং ৫ [illegible]
” শ্রীমতী বামাসুন্দরী দেবী		[illegible]
১২৭৯ আষাঢ় অবধি অগ্রহায়ণ পর্য্যন্ত		কোং ৫ [illegible]

এই পত্র কলিকাতার দক্ষিণ পূর্ব্ব মাতলা রেলওয়ে সোনারপুর ষ্টেশনের দক্ষিণ চাংড়িপোতা গ্রামে শ্রীযু[illegible] দ্বারকানাথ বিদ্যাভূষণের বাটীতে [illegible] প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

"সমর্থতা সজ্জনিবিনিপাত পার্থিবঃ ধনঞ্জনী ভুনিমতী ন হীনতা।"

৪ ভাগ। ৪১ সংখ্যা। | সন ১২৬৯। ১০ ভাদ্র। ইং ১৮৬২। ২৫ আগষ্ট। | মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশ।

১০ই ভাদ্র সোমবার।

জোতদারদিগের নিয়ম বিষয়ে প্রার্থনা।

ডেপুটি মাজিষ্ট্রেট শ্রীযুক্ত বাবু ঈশ্বরচন্দ্র ঘোষাল (যিনি পূর্ব্বে শান্তিপুরে ছিলেন, এক্ষণে বনগ্রামে আছেন) আমাদিগের মতজিজ্ঞাসু হইয়া আমাদিগের নিকটে একখানি মুদ্রিত আবেদন পত্র ও একটী আইনের পাণ্ডুলেখ্য পাঠাইয়া দিয়াছেন। আমাদিগের মত এই সোমপ্রকাশে প্রকটিত হইল, পাঠকগণের সহিত তিনি অনুগ্রহ করিয়া দর্শন করিবেন।

ঐ আবেদনের মর্ম্ম এই, হিন্দুশাস্ত্রানুসারে স্থাবর বিষয়ের বণ্টন বিভাগের নিয়ম থাকাতে এদেশের প্রাচীন ও সম্ভ্রান্ত বংশ সকল ক্রমে ক্রমে ক্ষয় প্রাপ্ত হইয়াছে ও হইতেছে, অতএব উত্তরকালে যাহাতে এরূপ না হয়, তাহার একটী উপায় করা কর্ত্তব্য। সে উপায় এই, স্থাবর বিষয়ের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ না হইয়া জ্যেষ্ঠই সমুদায় স্থাবর বিষয়ের অধিকারী হন।

এরূপ একটী নিয়ম হওয়া যে নিতান্ত আবশ্যক, তাহা আমরা গত বর্ষের (১২৬৮ সালের) ১৫ই মাঘের সোমপ্রকাশে বিস্তারিতরূপে প্রতিপাদন করিয়াছি। পরিদর্শক ইহার প্রতিকূল পক্ষ অবলম্বন করাতে ঐ বর্ষের ২৯এ মাঘের সোমপ্রকাশেও ইহার পুনরান্দোলন হয়। যাঁহারা সেই সেই পত্র ফাইল হইতে বাহির করিয়া দেখিবার ক্লেশ স্বীকারে পরাঙ্মুখ হইবেন, অথবা যাঁহাদিগের হস্তে সেই সেই পত্র নাই, তাঁহাদিগের সুবিধার নিমি

[illegible] ১৫ই মাঘের সোমপ্রকাশের কিয়দংশ [illegible] উদ্ধৃত করিয়া দেওয়া গেল।

"এদেশে কুলাবলে বিষয় বিভাগ [illegible] এত অনিষ্টের মূল হইল, [illegible] এই প্রথা উঠাইয়া দিয়া এইরূপ [illegible] করা উচিত যে, জ্যেষ্ঠ অধিকারী [illegible] মহত্ত্বায়ত্ত স্থাবর বিষয়ের অধি[illegible] হইবেন, কনিষ্ঠ তাহার অংশ [illegible] না। কনিষ্ঠেরা অস্থাবর [illegible] [illegible] করিয়া লইবেন, এবং স্থাবর বিষ[illegible] উপস্বত্ব হইতে যথাযোগ্য [illegible] [illegible] পাইবেন। এরূপ করিলে বৃহৎ বৃহৎ ভূম্য[illegible] [illegible] নানা খণ্ডে বিভক্ত হইয়া তাহার [illegible] বিলোপ হইতেছিল, তাহার নিবারণ হইবে এবং বৃহদ্বৃহৎ ভূসম্পত্তির অধিকা[illegible] [illegible] প্রকৃতকে [illegible] বিদ্রোহাদিরূপ [illegible] দুর্ঘটনারও সম্ভাবনা [illegible] [illegible] দেশের কৃষিসম্পত্তি [illegible] বিভক্ত [illegible] অবস্থাগ্রস্ত ও [illegible] আকুল হইয়া [illegible] [illegible] এই প্রথা থাকাতে [illegible] [illegible] ইউরোপের অন্য [illegible] দেশের অপেক্ষা ঐ [illegible] [illegible] উপদ্রব ঘটিয়া [illegible] [illegible] নিয়মে [illegible] জ্যেষ্ঠ পুত্রেরাই [illegible] অধিকারী হইতেন [illegible] প্রচলিত [illegible] বিষয় [illegible] [illegible] দেশে [illegible] [illegible] হইতেছে, এবং [illegible] [illegible] নিরস্ত্রাধিকারীদিগের [illegible]

প্রবৃত্তি শিক্ষার একটী প্রধান প্রতিবন্ধক হইয়াছে। তাহারা জীবনোপায়পর্যাপ্ত ভূসম্পত্তির অধিকারী হইবেন মনে করিয়া অলস হইয়া পড়েন। অলসের বিদ্যাশিক্ষা যেমন দুরূহ, কুকার্য্য শিক্ষা সেরূপ নহে। তাঁহারা অতি সহজেই কুক্রিয়ার [illegible] হইয়া উঠেন। অপর, তৃতীয় শ্রেণীর মধ্যে যাহারা কেবল কৃষিজীবী, যাঁহা[illegible] দিগকে সদা নানা প্রভুর অধীনস্থ হইয়া নানা প্রকারে হতসর্বস্ব হইতে ও নানা প্রকার কষ্ট ভোগ করিতে হয়।

আমরা উপরে যে বিধি বিধানের কথা কহিলাম তাহা বিধিবদ্ধ হইলে কেবল যে এদেশের ধনী ও ভূম্যধিকারিদিগের সংখ্যা[illegible] নিবারিত হইবে এরূপ নহে, [illegible] কনিষ্ঠ [illegible] [illegible] সমান অংশী হইতে না [illegible] বিদ্যাভ্যাসে [illegible] হইবেন। [illegible] [illegible] সমালোচনা [illegible] [illegible] [illegible] হইত [illegible] [illegible] ইতিহাস [illegible] [illegible] আপ্যায়িত [illegible] [illegible] সাধনে [illegible] [illegible] অপেক্ষা [illegible] [illegible] এরূপ হইলে [illegible] [illegible] [illegible] ক্রমে যে [illegible] [illegible] করিয়া আসিতেছেন [illegible] [illegible] গবর্ণমেণ্টের [illegible] প্রশংসিত [illegible]

[illegible] বাবু [illegible] যে পাণ্ডুলেখা [illegible] [illegible] তদ্বিষয়ে আমাদিগের [illegible] কিছু বক্তব্য আছে তাহাও [illegible] [illegible] [illegible] বাবু [illegible] [illegible] লোকের এদিক [illegible]

করিতেছেন। কিন্তু যে দেশের [illegible] লোকের হৃদয় কুসংস্কার [illegible] পূর্ণ হইয়া রহিয়াছে, তথায় [illegible] ন করা আর না করা সমান। [illegible] হইল হইলে এদেশের [illegible] আকাঙ্ক্ষা কালক্রমে উন্[illegible] কে আত্রাণিক ([illegible] হইবে, তবে কাজ [illegible]। [illegible] দেশের শাস্ত্রীয় নিয়ম লঙ্ঘনে[illegible] [illegible] বিগাছেন, আইন ঐচ্ছিক হই[illegible] [illegible] পাতের যে রূপ সম্ভাবনা, [illegible] [illegible] লেও সেইরূপ সম্ভাবনা। [illegible] কিম্বা আর ও তাহা হইতে [illegible] ঘটিবার সম্ভাবনা আছে, এস্থলে তাহা[illegible] রও বিবেচনা করা আবশ্যক। শা[illegible] নিয়ম [illegible] করিলে দুটী অনিষ্ট [illegible] [illegible]। এক, যাঁহাদিগের [illegible] আছে, তাঁহাদিগের [illegible] [illegible] জন্মিবে। [illegible] [illegible] গবর্ণমেণ্ট যদি এদেশের [illegible] [illegible] করেন, এদেশের [illegible] [illegible] বিলোপ হইবে।

প্রথমোক্ত দোষের [illegible] বক্তব্য এই, [illegible] কর্ত্ত[illegible] অনুষ্ঠানবিধায়ক যে [illegible] শাস্ত্র [illegible] উল্লঙ্ঘন করিলে যেরূপ প্র[illegible] [illegible] পৈতৃকধনের অধিকার [illegible] শাস্ত্র লঙ্ঘন করিলে সেরূপ [illegible] কোনক্রমেই সম্ভাবিত নহে। যুক্তি [illegible] বিবেচনা করিলে অণুমাত্র প্রত[illegible] এরূপ বোধ হয় না। লোকের [illegible] বিবেচনা করিয়াই পাপপুণ্যের [illegible] যে প্রস্তাব হইতেছে, তাহাতে [illegible] [illegible] বিনা অনিষ্ট নাই, [illegible] [illegible] হইলে [illegible] সম্ভাবনা কি [illegible] পিতা যদি [illegible] দিয়া এক সাক্ষ[illegible] দিয়া ফেলেন, তাহা অশাস্ত্রীয় হয় ন[illegible] এতদ্বারা স্পষ্ট প্রতীয়মান হইতেছে [illegible] উল্লিখিত [illegible] অকিঞ্চিৎকর। [illegible]

মরা দ্বিতীয় অনিষ্ট নিবারণের একটী উপায় করিয়া দিতেছি, তদনুসরণ করিলে কোন বিঘ্ন জন্মিবার সম্ভাবনা থাকিবে না। এবিষয়ের নিমিত্ত একটী সভা করিয়া যাবতীয় জমীদার ও তালুকদার প্রভৃতিকে তথায় নিমন্ত্রণ করা হউক, তাঁহারা সকলে একবাক্য হইয়া ঐ আবেদন পত্রে স্বাক্ষর করিয়া ব্যবস্থাপক সভায় অর্পণ করুন। এইরূপে কার্য্য করিয়া যদি উহা বিধিবদ্ধ করা হয়, গবর্ণমেণ্ট আমাদিগের শাস্ত্রসিদ্ধ আচার ব্যবহারাদি বিষয়ে হস্তক্ষেপ করিয়া অনুচিত কর্ম্ম করিলেন বলিয়া লোকের বিদ্বেষ জন্মিবার যে আশঙ্কা করা হইয়াছে, তাহা সহজেই নিরাকৃত হইবে। সকলের সম্মতি লইয়া কার্য্য করিলে তাহাতে বিদ্বেষ জন্মিবার সম্ভাবনা কি? এতদ্দ্বারা আর একটী উপকার লাভ হইবে। ইংলণ্ডের লোকেরা যাহার বলে রাজত্ব সম্বন্ধে স্বাধীনতা লাভ করিয়াছেন, গবর্ণমেণ্টের প্রজার সম্মতি গ্রহণ পূর্ব্বক কার্য্যানুষ্ঠান রূপ সেই স্বত্ব অনায়াসে আমাদিগের হস্তগত হইবে।

দ্বিতীয়, প্রস্তাবিত পাণ্ডুলেখের এক স্থানে লিখিত হইয়াছে, কোন ব্যক্তি তাহার পিতার মৃত্যুর পর যদি ধর্ম্মান্তর গ্রহণ করে, সে আপনার পৈতৃক বিষয়ের অংশের অধিকারী হইবে, অপরাপর তাঁহার পিতৃর আশ্রিত পরিবারদিগের ভরণপোষণ থাকিবে। এবম্বিধ বিধিবিধান একেবারে শাস্ত্র ও যুক্তির নিতান্ত বিরুদ্ধ। হিন্দুশাস্ত্রানুসারে হিন্দুধর্ম্মপরিত্যাগীর পৈতৃক ধনে অধিকার নাই। যুক্তি বিরোধ এই, যে ব্যক্তিকে পৈতৃক ধনে অধিকার দেওয়া হইল, সে সমুদায় ধনের অধিকারী না হয় কেন? অন্য অন্য পরিবারের গ্রাসাচ্ছাদন দিবার নিয়ম বিধান দ্বারাই চরিতার্থতা লাভ হইতে পারে।

তৃতীয়, প্রস্তাবিত আইনকে ঐচ্ছিক করিয়া তাহার রেজিষ্টরী ফী প্রভৃতির যে প্রস্তাব করা হইয়াছে, তাহাও যুক্তিসহ হইতেছে না। উহা দ্বারা অত্যাচারের আর একটী পথ পাতিত করা হইবে।

হাইকোর্টের জজদিগের রায় বাঙ্গলায় অনুবাদ করিবার আবশ্যকতা।

অতি অল্প দিন হইল, সদর ও সুপ্রিম কোর্ট একত্র হইয়া হাইকোর্ট নাম প্রাপ্ত হইয়াছে। এত দিন সদর আদালতে এই নিয়ম ছিল (অদ্যাপিও উহার পরিবর্ত্ত হয় নাই) জজেরা আপনাদিগের রায় আপনারা ইংরাজীতে লিখিতেন, তাহাদিগের সেই রায় উর্দ্দুতে অনুবাদিত হইয়া মফস্বলের আদালতের গোচরার্থ স্থানে স্থানে প্রেরিত হইত। বাঙ্গলা বিহার প্রভৃতি সমুদায় প্রদেশেই এই নিয়ম তুল্যরূপে অনুসৃত হইত। কিন্তু অনুধাবন করিয়া দেখিলে এ নিয়মটী কোন ক্রমেই ন্যায়ানুগত নহে। বাঙ্গলা দেশে বাঙ্গলা ভাষা চলিত, সেখানে উর্দ্দু ভাষায় কৃত অনুবাদ প্রেরণ সে কি প্রকার যুক্তি? বাঙ্গলা একটী ক্ষুদ্র প্রদেশ নহে। ইহাতে চারি কোটি দশ লক্ষ লোকের বাস। সমুদায়ে উনচল্লিশটী জেলা আছে, তন্মধ্যে কেবল বিহার, পাটনা, মুঙ্গের, ভাগলপুর, ত্রিহুত সাহাবাদ সারণ এই কয়টি জেলায় হিন্দি ভাষা প্রচলিত আছে। উর্দ্দু ভাষায় জজদিগের রায়ের অনুবাদ ঐ চারি কোটি দশ লক্ষ লোকের কাহার সহজ ও সুবিধার নিমিত্ত হইয়া থাকে? প্রত্যুত উহা লোকের কষ্ট ও অর্থ ক্ষয়ের একটী প্রধান কারণ হইয়া উঠিয়াছে। এ দেশের লোকে উর্দ্দু জানেন না, যাঁহার ঐ রায় বুঝিবার প্রয়োজন হয়, তাহাকে তন্নিমিত্ত অর্থ ব্যয়, ক্লেশ ও অন্যের অনুবৃত্তি করিতে হয়। অপর, গবর্ণমেণ্ট ব্যয় করিয়া যে উদ্দেশে ঐ রায়ের অনুবাদ মফস্বলের সর্ব্বত্র প্রেরণ করিয়া থাকেন, তাহারও ব্যাঘাত জন্মিতেছে। যে ভাষা অনেকে না বুঝে, ত[illegible]তে কোন কাজ করিয়া [illegible] অভীষ্ট ফল লাভের সম্ভাবনা কি?

সদর আদালত দুই শরীরান্তর পরিগ্রহ করিয়াছেন। ইহা এক্ষণে হাইকোর্টে পরিণত হইয়াছেন। আজিও কি উক্তবিধ অবিমৃশ্যকারিতা দূষিত যুক্তিবিরুদ্ধ নিয়ম অপরিবর্ত্তিত থাকিবে? সদর আদালতের দেহ পরিবর্ত্তের সহিত কি ইহার পরিবর্ত্ত হইবে না? হাইকোর্ট ঐ বিষয়ের পরিবর্ত্ত করিয়া বিশুদ্ধ বাঙ্গলা ভাষায় অনুবাদ প্রথা প্রবর্ত্তিত করেন, সেই অনুরোধ করিবার নিমিত্তই অদ্য আমরা এই প্রস্তাবনা করিয়াছি। হাইকোর্ট প্রতিষ্ঠিত হওয়াতে এ দেশের অনেকগুলি সৌভাগ্যলাভ হইয়াছে, আরো অধিক সৌভাগ্য লাভের সম্ভাবনা আছে। ঐ আদালতের এ দেশকে সর্ব্বতোভাবে উন্নত করিয়া তুলিবারই চেষ্টা; কিন্তু যে দোষ গুলি ঐ চেষ্টার অন্তরায় হইয়া রহিয়াছে, তৎসংশোধন ব্যতিরেকে উহা সফল হইবার সম্ভাবনা নাই।

জজদিগের রায় বিশুদ্ধ বাঙ্গলায় অনুবাদ করিবার প্রথা প্রবর্ত্তিত হইলে দুটী মহোপকারলাভ হইবার সম্ভাবনা আছে। প্রথম, সহজে গবর্ণমেণ্টের উদ্দেশ্য সাধন হইবে। এ দেশের সকলেই অনায়াসে উল্লিখিত অনুবাদ বোধে সমর্থ হইবেন। দ্বিতীয়, উহা বাঙ্গলা ভাষার শ্রীবৃদ্ধি সাধনের একটী প্রধান উপায় হইবে। যে ভাষা আদালতের ভাষা হয়, অর্থকরী বলিয়া তৎশিক্ষায় লোকের সমধিক যত্ন হইয়া থাকে। এই উদ্দেশেই লার্ড হার্ডিঞ্জ এক শত এক বাঙ্গলা পাঠশালার প্রতিষ্ঠা ও এই প্রতিজ্ঞা করেন, যাঁহারা বাঙ্গলা ভাষায় সুশিক্ষিত না হইবেন, তাঁহাদিগকে কর্ম্ম দিবেন না। কিন্তু উহা গবর্ণমেণ্টের অন্য অন্য অনেক বিফলিনী প্রতিজ্ঞার ন্যায় ফল প্রসব করিবার পূর্ব্বেই বিশীর্ণ হইয়া যায়। যে কোন উপায়ে হউক, ব-

ও ভাষার শ্রীবৃদ্ধি সাধন যে গবর্ণমেন্টের একটি কর্ত্তব্য কর্ম্ম, বোধ হয়, তাহা আমাদিগের রাজপুরুষদিগের অনেকেই স্বীকার করিবেন। উইলিয়ম "দি কঙ্করর" ইংলণ্ডে ইংরাজী ভাষা বিলুপ্ত করিয়া ফরাসী ভাষা প্রচলিত করিবার যে রূপ দুর্দ্ধর্ষোদ্যম করিয়াছিলেন, আমাদিগের রাজপুরুষদিগের মধ্যে সেইরূপ দুর্দ্ধর্ষোদ্যমশালী কেহ আছেন, এরূপ আমাদিগের বোধগম্য হয় না, যদি থাকেন তাঁহারা সংখ্যায় নিতান্ত অল্প সন্দেহ নাই। এক্ষণে আদালতে যে ভাষা প্রচলিত আছে, তাহা এক অদ্ভুত ভাষা। ডাক্তারী ঔষধের ন্যায় একাধারে সমুদায় ভাষাই আছে। রত্নাকরের সহিত ঐ ভাষার সাদৃশ্য করিলে বোধ হয় সমধিক সঙ্গত হয়। সংস্কৃত, আরবী, পারসী, বাঙ্গলা ও ইংরাজী, ইহার যে ভাষা উহাতে দেখিতে চাও তাহাই দেখিতে পাইবে। উহা যে কেমন ভাষা, আমাদিগের রাজপুরুষেরা যদি বুঝিতে চান, সংক্ষেপে এই মাত্র বলিলেই পর্য্যাপ্ত হইবে, বহু অনুসন্ধান করিয়াও সাত হাত দীর্ঘ এক খানি রুবকারির মধ্য হইতে সাতটা সমাপিকা ক্রিয়া বাহির করা ভার।

কেহ কেহ একথা কহিতে পারেন, মুঙ্গের প্রভৃতি কয়েকটী প্রদেশে হিন্দী প্রচলিত, অতএব কেবল বাঙ্গলা ভাষায় রায় অনুবাদ করিবার নিয়ম করিলে তাহাদিগের সুবিধা হইবে কেন? ইহার উত্তর স্থলে আমাদিগের বক্তব্য এই, হিন্দী ভাষায় রায় অনুবাদ করিবার নিমিত্ত ২।১ ব্যক্তি নিয়োজিত হউন। কিন্তু ৩৯টি জেলার মধ্যে মুঙ্গের প্রভৃতি সাতটির সুবিধার নিমিত্ত বত্রিশটির অসুবিধা করা যুক্তিসিদ্ধ হয় না। সেই সাতটিতেও উর্দ্দু ভাষা চলিত নহে। এ স্থলে আর একটি বক্তব্য এই, যদি হিন্দী ভাষা প্রবর্ত্তিত হয়, দেবনাগর অক্ষরে যেন তাহার অনুবাদ প্রথা আরম্ভ করা হয়। এখন যে উর্দ্দু ভাষা লিখনে পারসী অক্ষর ব্যবহার আছে, তাহা আদরণীয় নহে। পারসী অক্ষর গুলি লিখন পঠনে সহজ নয়। উত্তর পশ্চিমাঞ্চলের কথা তুলিয়া কোন আপত্তি করা এস্থলে যুক্তিসহ হইতেছে না। আমরা উপরে যে হাইকোর্টের প্রসঙ্গ করিলাম, ইহা বাঙ্গলা দেশেরই। উত্তর পশ্চিমাঞ্চলে স্বতন্ত্র হাইকোর্ট প্রতিষ্ঠিত হইবে, ইহা স্থির সিদ্ধান্ত আছে। তাহা হইলে তথায় যে দেশীয় ভাষা প্রচলিত হইবে। সে অনুরোধে এ হাইকোর্টে বাঙ্গলা ভাষা প্রচলিত করিবার বাধা জন্মিতে পারে না।

ভারতবর্ষীয় রমণীগণের দুরবস্থা মোচনের উপায় কি?

আমরা আজি একখানি প্রেরিত পত্র পাঠকগণের গোচর করিতেছি, পাঠ করিলে আমাদিগের ন্যায় পাঠকগণও পরম প্রীতি লাভ করিবেন। ইহা এক জন বিদ্যাবতী স্ত্রীলোকের লিখিত। বোধ হয়, তাঁহাকে অনেকেই জানেন, আমরা তাঁহাকে বিশেষ রূপে জানি। তাঁহার বাঙ্গলা লিখিবার বিলক্ষণ ক্ষমতা আছে। অনেক পুরুষে যেমন স্ত্রীলোকের নাম দিয়া আপনাদিগের লিখিত পত্র সম্বাদ পত্রে প্রচার করিয়া থাকেন, ইহা সেরূপ নহে। ইহা যথার্থই কোমল কর হইতে বিনির্গত হইয়াছে।

যিনি এই পত্র লিখিয়াছেন, তাঁহার স্বামী ও তাঁহার স্বামীর এক বন্ধু উভয়ে মুঙ্গেরে গিয়াছিলেন। তথা হইতে তাঁহার স্বামীর বন্ধু ঐ স্থানের বর্ণন করিয়া তাঁহাকে এক পত্র লিখেন। প্রস্তাবিত পত্র খানি তাহারই প্রত্যুত্তর।

মহদন্তঃ করণেষু—

মহাশয়ের অনুগ্রহ লিপি খানি প্রাপ্ত হইয়া পরমাপ্যায়িত হইলাম। হায়! লিপি খানি পাঠ করিতে করিতে যে কত অশ্রুপাত হইল, তাহা আর কি লিখিব। মহাশয়! জানি না সে আনন্দাশ্রু কি বিষাদাশ্রু। আপনারা মুঙ্গেরে গিয়া নানা প্রকার রমণীয় পদার্থ সকল দর্শন করিয়া চমৎকৃত ও অনির্ব্বচনীয় আনন্দলাভ করিতেছেন। শিব বাবু! আমরা দেখিতে তো পাইনেই না, মনুষ্যের একটা আশা থাকে, তাহাও আমারদের নাই। এ সকল বিষয়ের আশার মূলোচ্ছেদন আমাদের কে করিয়াছে? ও!!! আর লেখনী চলে না। আমরা এত পরাধীনা যে আশা যাহাকে বলে তাহাও করিতে পারি না। [illegible] কোন একটী বিষয়ের আশা করিবা মাত্র যেন অন্তর হইতে কে বলিয়া উঠে "[illegible] নহে। পরাধীন, [illegible] এ প্রকার মহৎ বিষয়ের আশাকে মনে স্থান দিও না।" [illegible] অবিরত ক্লেশে কেশিত্তা হইয়া [illegible] অবলাদিগকে শিক্ষারক্ষা করিয়া রাখিবার জন্যই কি তুমি সৃষ্টি করিয়াছ [illegible]? তোমার এই অভাগিনী দুহিতাদিগের প্রতি সদয় হইয়া কিঞ্চিৎ নিস্তার প্রদান কর, আমরা তথায় গিয়া [illegible] করি, এ যন্ত্রণা আর সহ্য হয় না, নিতান্ত অসহ্য হইয়াছে। [illegible] আমাদিগকে এ অসহনীয় যন্ত্রণা হইতে উদ্ধার কর। পিতঃ! [illegible] মানবের এমন যন্ত্রণা অনুভব করিতে পারে, এ পৃথিবীতে তাদৃশ মনুষ্য একটীও নাই (অবলার এইপ্রকার সংস্কার) যদিও তুমি মনের অবস্থা সমুদায় অবগত আছ তথাপি বলিয়া চুপ করিয়া থাকিতে পারি না, অতএব তোমার নিকটে কিছু কাল রোদন করিয়া মনের যন্ত্রণাকে কিঞ্চিৎ লঘুতর করিবার [illegible] স্থির করিয়াছি, ইহা ব্যতীত অস্মদ্দেশের [illegible] উপায় নাই। পিতঃ! না হয় তোমার কিঙ্কর মৃত্যুকে শীঘ্র প্রেরণ কর, আমাদিগকে এ [illegible] হইতে উদ্ধার করিবার উপায় তিনি [illegible] জানেন।

শিব বাবু! ছাত্র বোধে অসুখ বিষয়ক একটী কবিতা পাঠ করিয়াছিলাম, তাহার [illegible] শেষে লিখিত হইয়াছে "অসুখের শেষ [illegible] করা" কবিতাটি পুরুষ রচিত, যদি [illegible]

...দেশীয় কোন রমণী রচিত হইত, তাহা হইলে তিনি অবশ্যই বলিতেন যে "কর্ম্মের শেষ এই হতভাগা দেশে নারীকুলে জন্ম গ্রহণ করা, [illegible] এক এক বার মনে হয় যে পড়িতে শিখিয়াছিলাম কেন, যদি পড়িতে না পারিতাম তাহা হইলে নানা স্থানের বৃত্তান্ত জানিতেও পারিতাম না, কাজেই [illegible] ইচ্ছাও হইত না। মন একপ্রকার পশুর ন্যায় হইয়া থাকিত, কোন ক্লেশই অনুভব করিতে পারিতাম না। ক্লেশ হইতে মুক্ত হইবার ক্ষমতা যাহাদের নাই ক্লেশকে ক্লেশ বলিয়া বোধ না করা তাহাদের পক্ষে কত সুখকর বিবেচনা করিয়া দেখুন! [illegible] আমাদের ন্যায় দুঃখী লোক আর কেহ আছে? যদি থাকে তবে লিখিবেন, তাহাদের সহিত তুলনা করিয়া যদি কিছু সুখী হইতে পারি। আমি লিখিতেছি অন্যের অনুসন্ধান করিবেন? কিন্তু [illegible] জানিতে পারিয়া কি স্বীয় ক্লেশ [illegible] লাঘব করিতে পারিব? [illegible] কখনই পারিব না। তাহা জানিলে কেবল উৎপন্ন ক্লেশ সহস্রকে বিগুণতর করিবে। অতএব মন! এত উতলা হইও না, বিবেচনা করিয়া দেখ এ যন্ত্রণা যাবজ্জীবন ভোগ করিতেই হইবেক. তবে বিলাপ করিয়া কেন বৃথা যাতনা বাড়াও, তুমি কি জান না যে যাহার নিকট বিলাপ করিতেছ তিনি এই [illegible] দেশের পুরুষ জাতি। তিনি তো [illegible] দুঃখিত হইবেন তাহা কি প্রকারে জানিতে পারিলে? স্ত্রী জাতির দুঃখে যদি তাঁহারা দুঃখিত হইতেন, তবে স্ত্রীজাতিকে এত কষ্টভোগ করিতে হইত না। তাঁহারা দুঃখিত হইবেন কেন? তাঁহাদের চাকরাণীর কর্ম, [illegible] কাজ অনায়াসে চলিয়া যাইতেছে। তাঁহারা আমাদের দুঃখমোচনের চেষ্টা কেন করিবেন? [illegible] আর [illegible] লিপিয়া শিব বাবুকে কষ্ট দিব [illegible] নিতান্ত অধীরা হইয়াছি, এ প্রযুক্ত যত [illegible] লিখিয়াছি। যাহা হউক, [illegible] ক্ষমা করিবেন। নিবেদন ইতি।

সন ১২৬৯।
৭ শ্রাবণ।

বামাসুন্দরী।

এই পত্র স্ত্রীলোকে লিখিয়াছেন বলিয়া আমরা এক কালে ভাবে গলিয়া যাই নাই, আমাদিগের দেশের স্ত্রীলোকেরা মূর্খ, সেই মূর্খ দলের এক জন বাঙ্গলা ভাষার যথার্থ রীতির অনুসারে এরূপ পত্র লিখিতে পারেন, এ ভাবিয়াও পুলকিত হই নাই, আমাদিগের এত সন্তুষ্ট হইবার কারণ এই, এই সংক্ষিপ্ত পত্র মধ্যে এদেশীয় স্ত্রীজাতির দুরবস্থা ও পরাধীনতার বিষয় সবিস্তর বর্ণিত হইয়াছে।

"ভারতবর্ষীয় রমণীগণের দুরবস্থা মোচনের উপায় কি?" বলিয়া আমরা উপরে যে প্রশ্ন উত্থাপন করিয়াছি, এতৎ পত্র দ্বারা তাহারও উত্তর ও সিদ্ধান্ত করা হইয়াছে। বাহুল্য রূপে স্ত্রীজাতির বিদ্যা শিক্ষাই সেই উপায়। রমণীগণের বিদ্যা শিক্ষা হইলেই তাঁহারা আপনাদিগের দুরবস্থার বিষয় বুঝিতে পারিবেন, বুঝিতে পারিলেই তৎ প্রতীকার বিষয়ে সবিশেষ চেষ্টা করিবে। উল্লিখিত পত্র মধ্যে পত্র রচনা কারিণীর যেরূপ মনের ভাব ব্যক্ত হইয়াছে, সুশিক্ষা প্রভাবে যদি অধিকাংশ স্ত্রীলোকের মনের ভাব এইরূপ হয়, আমরা কি আর তাঁহাদিগকে পশুবৎ শোচনীয় অবস্থায় রাখিতে সমর্থ হইব? তখন তাঁহারা আপনাদিগের দুরবস্থা মোচনের উপায় আপনারাই করিয়া লইতে পারিবেন।

আমাদিগের স্ত্রীগণ যদি চির কাল অজ্ঞানান্ধকারে আচ্ছন্ন হইয়া থাকেন, আমরা যত তাঁহাদিগের হিতচেষ্টা করি না কেন, আমরা যত তাঁহাদিগের উন্নতি সাধন চেষ্টা করি না কেন, আমরা যত তাঁহাদিগের সুখ স্বচ্ছন্দ করিয়া দিবার চেষ্টা করি না কেন, আমরা যত তাঁহাদিগের স্বাধীনতা প্রদানের চেষ্টা করি না কেন, তাঁহারা কোন ক্রমেই সুখিত হইবেন না, প্রত্যুত তাঁহাদিগের সেই সেই স্বাধীনতাদি কেবল অনর্থের নিমিত্তই হইবে।

আমাদিগের স্ত্রীগণ সুশিক্ষিত হইলে কেবল যে আমাদিগের সুখময় হইবে এরূপ নহে, তাঁহারা পরম সৌভাগ্যশালিনী হইয়া উঠিবেন। আমাদিগের দেশের যে অভীষ্ট দৃষ্টিগোচর হইতেছে না, আমাদিগের স্ত্রীগণের মূর্খতাই তাহার একটী প্রধান কারণ। স্ত্রীজাতিই প্রায় কল্পিত ও দুষ্ট ধর্ম ও জাতি সঙ্কুল আচার ব্যবহার আশ্রয় স্থল হইয়া থাকেন।

পতিত ভূমি বিক্রয় ও সর্ চারলস উড।

ক্রমে ক্রমে ভারতবর্ষীয় গবর্ণমেণ্টে সহিত ষ্টেটসেক্রেটারির একটী অদ্ভুত সম্বন্ধ হইয়া উঠিল। অত্রত্য গবর্ণমেণ্ট যে কিছু কার্য্য করেন, সর চারলস উড সে সমুদায় প্রায় তন্ন তন্ন করিয়া বিবেচনা করেন, এবং প্রায়ই কিছু কিছু পরিবর্ত্ত করিয়া থাকেন। কাণ্ট্রাক্টবিল, ভারতবর্ষীয় ব্যাঙ্কের সহিত বন্দোবস্ত, আয় ব্যয়ের হিসাব, এবং সম্প্রতি আগত পতিত ভূমি বিক্রয় সংক্রান্ত আজ্ঞা ইহার প্রমাণ। সর চারলস উড এবম্বিধ ব্যবহার করাতে ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের স্বাধীনতা বাধিত হইতেছে সন্দেহ নাই। স্বাধীনতার এরূপ ব্যাঘাত কাহারও অভীষ্ট নহে। তাহাতে যেই ভারতবর্ষের শাসন ক্রিয়া সম্পন্ন হয়, ইহাই একান্ত প্রার্থনীয়। যুক্তিও এই কথা কহিয়া দিতেছে। কিন্তু অনুধাবন করিয়া দেখিলে তাঁহার এই হস্তক্ষেপ দুই একটি বিষয় ব্যতিরেকে আমাদিগের অনর্থের নিমিত্ত হইতেছে না। অধিকাংশ স্থলেই প্রায় দেখা যাইতেছে, ভারতবর্ষের হিত সাধন তাঁহার উদ্দেশ্য। তিনি যে এইরূপে হস্তক্ষেপ করেন, তাহার কারণ কি? নিরবচ্ছিন্ন প্রভুত্ব প্রদর্শন কি তাহার উদ্দেশ্য? তাহা হইলে তাহার কার্য্য গুলি ভারতবর্ষের মঙ্গলকর হইত না। আমাদিগের এই [illegible]

...রই অধিক প্রাদুর্ভাব, অতএব ...ই প্রাদুর্ভাব পরাধীন হইয়া ...ন, সর চারলস উড এইরূপ মনে

...ষ্টেরাকাযের এত অনুসন্ধান করিয়া ...ন। যাহা হউক, তৎপ্রসঙ্গে এই ...য় উপস্থিত হইয়াছে, এক্ষণে তাহার ...রণা করা যাইতেছে।

...র্ড কানিঙ ১৭ই অক্টোবর সার্বভৌম ...জ ভূমি প্রতি একর (৩ বিঘা) ২॥০ ...৫ টাকার হিসাবে বিক্রয় করিবার অনু... তি দেন (আমরা তৎকালে ইহার নি... ভাবলি প্রকাশ করিয়াছিলাম, এক্ষণে তাহার পুনরুল্লেখের প্রয়োজন নাই) সর চারলস উড এক্ষণে তাহার কয়েকটি বি শেষ নিয়ম করিয়া দিতেছেন। তিনি বলেন, পর্বতের উপরিস্থ, নদী তীরস্থ ও প্রান্তরের ভূমির অনেক বৈলক্ষণ্য আছে। সকল ভূমি একবিধ মূল্যে বিক্রীত হইতে পারে না; যে ব্যক্তি প্রথমে আবেদন করিবেন, তিনিই ভূমি পাইবেন এ নিয়মও ন্যায়ানুগত নহে; আর লর্ড কানিঙ আজ্ঞা করিয়াছিলেন কোন পতিত ভূমি নূতন ক্রেতার হস্তগত হইলে যদি তাহার পর কেহ সেই ভূমিতে তাহার স্বত্ব আছে বলিয়া আপত্তি করেন, তাহাকে এক বৎসরের মধ্যে আপন স্বত্ব সপ্রমাণ করিতে হইবে, স্বত্ব প্রমাণ হইলেও তিনি পুনঃপ্রাপ্ত হইবেন না, তাহাকে তাহার মূল্য দেওয়া হইবে এইমাত্র। সর চারলস উড এই আজ্ঞা রহিত করিয়াছেন। তিনি বলেন অন্য অন্য ভূমির ন্যায় এ সকলেরও স্বত্বাস্বত্ব নির্ণয়ার্থ ১২ বৎসর মিয়াদ দেওয়া কর্তব্য; আর সেই ভূমিতে অপরের স্বত্ব আছে এরূপ প্রমাণ হইলে ইচ্ছা হয় তিনি মূল্য লইবেন নতুবা ভূমি লইবেন। সর চারলস উডের মতে লার্ড কানিঙের উক্ত আজ্ঞা প্রচলিত আইন ও যুক্তির বিরুদ্ধ। ...ব্যক্তির ভূমি বিক্রীত হইল; তিনি সংশোধ করিয়া নিজ স্বত্ব প্রমাণ করিলেন, তাহাকে মূল্য লইতে বলা হইল, কিন্তু তিনি তাহাতে অসম্মত হইলেন, এস্থলে বিচারপতি তাহার ভূমি প্রত্যর্পণ করিবার আজ্ঞা না দিয়া আর কি আজ্ঞা দিতে পারেন? সর চারলস উড এইরূপে এ বিষয়ে যে কথা গুলি কহিয়াছেন, ...ধিকারি দল তদ্বিষয়ে যেরূপ বলুন নিঃস্বার্থ স্থিরবুদ্ধি ব্যক্তিমাত্রেই তাহা অবশ্য গুণীয় জ্ঞান করিবেন সন্দেহ নাই।

ষ্টেট সেক্রেটারি আরো বলেন, লোকেল গবর্ণমেণ্টেরা সকল স্থানের ভূমির তার তম্য বিবেচনা করিয়া একটি ন্যূনকল্প মূল্য স্থির করিয়া রাখিবেন। যে ব্যক্তি প্রথমে ভূমির জন্য আবেদন করিবেন, তাঁহাকে জরিপের ব্যয় জমা দিতে হইবে। পরে নিকটবর্ত্তী গ্রাম সমূহের প্রকাশ্য স্থানে এক ঘোষণা পত্র দেওয়া হইবে। এইরূপে তিন মাস অতীত হইলে পর যদি পল্লীগ্রামের কেহ কোন আপত্তি না করেন, তাহা হইলে ভূমি নীলামে বিক্রীত হইবে। নিরূপিত মূল্যের ন্যূনে তাহা বিক্রীত হইবে না। প্রথম আবেদনকারী যদি নীলামে ক্রয় করিতে অপারগ হন, তাহা হইলে যে ব্যক্তি ক্রয় করিবেন তিনি প্রথম আবেদনকারির প্রদত্ত জরিপের ব্যয় প্রদান করিবেন।

সর চারলস উড আর এক স্থানে বলেন যাহাতে অধিক সংখ্যা ইউরোপীয় এদেশে বাস করেন, ইহা তাহার সম্পূর্ণ ইচ্ছা, কিন্তু তিনি তন্নিমিত্ত দেশস্থ লোকের স্বত্বহানি করিতে অভিলাষী নহেন। "আসাম প্রভৃতি বন্য জাতী দিগের আপন আপন পৈতৃক ভূমির উপর অতিশয় মায়া আছে, তাহাদিগের ভূমি ইউরোপীয়দিগকে দেওয়া অন্যায়। ...রূপ স্থানে ইউরোপীয়দিগের বসতি হইলে গবর্ণমেণ্টের সহায়তা হওয়া দূরে থাকুক, তাহাদিগের নিমিত্ত অপরিমিত ব্যয় করিতে হইবে।" তিনি আরো এক স্থানে লিখিয়াছেন "কৃষকেরা সন্তুষ্ট থাকিলেই গবর্ণমেণ্টের যথার্থ মঙ্গল।" শেষোক্ত বাক্যটি স্বর্ণময় অক্ষরে ভারতবর্ষীয় সভা গৃহের ভিত্তিতে লিখিয়া রাখাই কর্তব্য।

লার্ড কানিঙ লাণ্ড হোলডার্স সভার ...কে পড়িয়া তাহাদিগের সন্তোষ সাধনার্থ ১৭ ই অক্টোবরের আজ্ঞা প্রকাশ করেন। ভারতবর্ষীয়দিগের স্বার্থের প্রতি তৎকালে তাদৃশ দৃষ্টি ছিল না। সর চারলস ঐ আজ্ঞা রহিত করিয়া উত্তম কার্য্য করিয়াছেন। ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট ব্যবস্থাপক সভায় উক্ত বিধিবদ্ধ না করি... ও সর চারলস উডের মত না লইয়া কার্য্য আরম্ভ করিয়া ভাল করেন নাই। অল্প মূল্যে ভূমি ক্রয় করিয়া তাহাই আবার অধিক মূল্যে বিক্রয় করিয়া ব্যবসায় করা অনেকের ইচ্ছা, সর চারলস উড তাহা বুঝিতে পারিয়াছেন। যাঁহারা ভারতবর্ষীয় গবর্ণমেণ্টকে প্রতিজ্ঞাভঙ্গকারী ও অসাধু বলিয়া গালি দিয়াছিলেন, তাঁহারা পতিত ভূমি বিক্রয় সর চারলস উডের অনুমোদিত, এক্ষণে শুনিয়াও বোধ হয় তুষ্ট হইবেন ... তাঁহাদিগের অসন্তোষ জন্মিবার কারণ এই, সর চারলস উড এদেশের স্বার্থে উপেক্ষা করিয়া কেবল ...দিগের স্বার্থ সন্ধান করেন নাই।

বিবিধ সংবাদ।

২রা ভাদ্র সোমবার।

নড়াইল হইতে এক ব্যক্তি লিখিয়া পাঠাইয়াছেন, তত্রত্য ছোট আদালতের ... অন্ধ খঞ্জ, অনাথ প্রভৃতির দুঃখ নিবারণ সাহায্য দানার্থ একটী সম্প্রদায় করিবার ... যে ২৭এ শ্রাবণ এক সভা করিয়াছিলেন ... এরূপ ও অন্যবিধ সাধারণ কল্যাণকর কার্য্য ... না করিলে কেবলে যে অর্থ সার্থক ... এরূপ নহে, আপনাদিগের লেখা পড়া ... সার্থক হয়, অনায় আপনারাই সুখী ... পরে সমুদায় জীবনের উপার্জ্জন ও বিদ্যা ... অর্জ্জন করা সুশিক্ষিত দিগের কর্তব্য, ...

হ.ইও নামে এক জন ইউরোপীয় মিস্ত্রী ...ছে টাকার হুণ্ডি ২০০০ টাকা করিয়া ...ভাইয়া লইয়াছে। সে ধৃত হইয়াছে, আজি ...লি জাল কার্য্যে কোন দল আছি?

ইংলণ্ডীয় হাউস অব কমন্স ও লার্ডদিগে ...রাটিকল পিস্তল ছুড়িবার যে শাস্তি হয়, তা ...তে লার্ডেরা জয়ী হইয়াছেন। কমনেরা ... আজিও লার্ড দিগের এত পিছিয়া আ...ন? এই নিমিত্ত কি আজিও তাহাদিগের ...র এই নাম ঘুচিতেছে না?

শিল্প প্রদর্শন গৃহে দর্শকদিগের নিকটে ...ত্যহ ৫২০০° টাকা উঠিতেছে; অক্টোবর মা... পর্য্যন্ত উহা থাকিলে প্রায় ৭০,০০০০ টাকা ...ঠিবে সন্দেহ নাই। চিত্র ও নানা প্রকার ক... বিশেষতঃ বাষ্পীয় কল প্রভৃতিতে ফ্রান্স ...প্রধান হইয়াছেন। ১৮৫১ অব্দে ইংলণ্ড যে ...ক বিষয়ে প্রাধান্যলাভ করিয়াছিলেন, প্র...যোগিতায় এই লাভ। কলিকাতায় কবে শি... প্রদর্শনের সৃষ্টি হইবে? এ সৃষ্টি হইলে যে ...কটী উন্নতির পথ হয়।

গবর্ণমেণ্ট অমরাবতীয় যে সকল কুলি প্রের... করিয়াছিলেন, তাহাদিগের অনেকে বেত... না পাইয়া পলায়ন করিয়াছে। ঐ প্রদেশে ...রূপ ঘটনা হইবার কোন বিশুদ্ধ কারণ আ...ছে সন্দেহ নাই, তাহা আমরা আজিও জানি...ত পারি নাই?

লেক সাহেব অত্যন্ত পীড়িত হইয়াছেন। ...তাহার পল্টনগের ন্যায় পীড়ার সম্বাদ শু...নিয়া ও সকলে দুঃখিত হইবেন সন্দেহ নাই?

আসাম কোম্পানির গত সভায় মাকে, কা...র ও মনি সাহেবকে অধ্যক্ষ পদ হইতে ব...হিষ্কৃত করা হইয়াছে। অক্ত সাহেব। ইনি ...প্রথমতঃ মাকে ও কাটারের নামে তহবিলের ...নালিশ করেন। ১৫০০ টাকা বেতনে ঐ কোম্পা...নির তত্ত্বাবধায়ক হইয়া শ্রীহট্ট ও কাছাড়ে যা...ইতেছেন। কোম্পানি ৩০ লক্ষ টাকায় এক...টার বাগিচা ক্রয় করিবার প্রস্তাব করাতে অ...নেক অংশী প্রতিবাদ করিয়াছিলেন। অক্ত সা...হেব যেমন পরিশ্রম করিয়াছিলেন, তেমনি ...তাহার পীড়ায় ইহাও জান, কিন্তু তাঁহাকে নি...যুক্ত করা চা কোম্পানির পরামর্শসিদ্ধ কার্য্য ...হয় নাই।

হরকরা সংবাদ পাইয়াছেন রাও সাহেবে...র ফাঁসী হইবার আদেশ হইয়াছে। কর্ণেল ...মিডলীকেও কমিসরিএটকমিসন হইতে ...ছাড়ান হইয়াছে। উচিত হইয়াছে। তাঁহার যে-...রূপ স্বভাব, তিনি তৎপদের যোগ্য নহেন।

সিবীলগেজেট বলেন, ফিরোজাবাদের যে ...দুর্বৃত্ত ষ্টেসন মাষ্টার ও তাহার সহচরেরা এক-...টি স্ত্রীলোকের সতীত্ব নষ্ট করিয়াছিল আগ-...রার সেসিয়ন জজ তাহাদিগের কয়েক জনকে পাঁচ বৎসর ও অবশিষ্টকে দুই বৎসর মিয়াদ দিয়াছেন। আমরা শুনিলাম ষ্টেসন মাষ্টারের পাঁচ বৎসর হইয়াছে। এক্ষণে এতাদৃশ বৃত্তান্ত সচরাচর আমাদিগের দৃষ্টিগোচর হইয়া থাকে। অজিতেন্দ্রিয়তা কি সভ্যতার একটী সহচর ধর্ম।

উক্ত পত্র শ্রবণ করিয়াছেন কাশীতে ওলা উঠার প্রাদুর্ভাব হইয়াছে।

আমরা আহ্লাদিত হইলাম, হিন্দুপেট্রিয়ট প্রেণ্ড অব ইণ্ডিয়ার লেঙ সাহেবের প্রশংসার কারণ বুঝিতে পারিয়া লিখিয়াছেন "আমরা ভদ্রতা করিয়া যত দূর পারিয়াছি লেঙ সাহেবের বর্ত্তমান বর্ষের হিসাবের সহায়তা করিয়াছি। কিন্তু আমরা দুঃখিত হইতেছি, তিনি গতবর্ষের ৪ কোটি টাকার অকুলান গোপন করিয়া অন্যায় করিয়াছেন। বর্ত্তমান পত্রে (অদ্য কারের পেট্রিয়টে) আমরা ইহাতেই দোষারোপ করিয়াছি। আমাদিগের সকলেরই এই সিদ্ধান্ত করিয়া রাখা উচিত, ফ্রেণ্ড অব ইণ্ডিয়া প্রশংসা অথবা নিন্দা সত্য সরল ভাবে করেন না।

এক জন হিন্দু উক্ত পত্রে লণ্ডন হইতে লিখিয়াছেন, বোম্বাইন নগরের লোকেরা বরোদার নবাবের রাজ্য ফিরিয়া দিবার যে আবেদন করিয়াছিলেন তদ্বিষয়ে লার্ড এলেনবরা কষ্ট স্বীকার করাতে তত্রত্য লোকেরা তাঁহাকে ক্ষমা প্রার্থনা করিতে কহিয়াছেন। তিনি-যা বলুন আমাদিগের গবর্ণমেণ্টের উদ্ধার করিয়া দেওয়া যোগ্য নাই।

লেঙ সাহেব সম্প্রতি সর চার্লস উডের প্রত্যুত্তর স্বরূপ যে পুস্তক লিখিয়াছেন, তাহাতে তিনি ভারতবর্ষের ধনাগারের জমা টাকা প্রভৃতি শ্রীবৃদ্ধির লক্ষণ প্রদর্শন করিয়া উপসংহার স্থলে কহিয়াছেন "যদি আমার আ...র সংস্কারের আবশ্যক থাকে তাহা ইহা হইতেই হইবে, আমি শ্রেণি ভেদ না করিয়া কার্য্য করাতে বঙ্গের যাবতীয় বুদ্ধিমান লোক স্বীকার করেন যে তত্রত্য একজন রাজকার্য্যকারক আমি নির্ভয়ে সাধুতা অবলম্বন পূর্ব্বক করিয়াছি। আমি একথা বলিতে পারি আমার পূর্ব্বে কোন ব্যক্তি এ প্রকার কার্য্যে প্রবৃত্ত হন নাই, আমি যাহা করিয়াছি সম্ভাবিত বলিয়াও কেহ মনে করেন না" লেঙ সাহেবের নিজের মুখে একথা শোভা পাইতেছে না।

ঢাকাপ্রকাশে বরিশাল হইতে এক জন লিখিয়াছেন, তত্রত্য উকীল বাবু বিশ্বেশ্বর দাসের যত্নে তাঁহার বাটীতে রমাপ্রসাদ বাবুর স্মরণার্থ এক চাঁদা হইয়াছে। ইহার মধ্যে ৮ টাকা উঠিয়াছে, রমাপ্রসাদ বাবুর স্মরণ কি চিহ্ন করা হইবে, সভা এখনও তাহা স্থির করেন নাই। এই টাকা ভারতবর্ষীয় সভার নিকটে প্রেরিত হউক। বরিশ সমাজগৃহ নির্ম্মিত হইলে তন্মধ্যে রমাপ্রসাদ বাবুর এক চিত্রিত প্রতিমূর্ত্তি, আরও অধিক টাকা সংগৃহীত হইলে তাঁহার প্রস্তরময়ী অর্দ্ধ প্রতিমূর্ত্তি করা কর্ত্তব্য। বরিশ সমাজ গৃহকে আমাদিগের জাতি সাধারণ মৃত স্মরণার্থ গৃহ করা কর্ত্তব্য।

৪ঠা ভাদ্র মঙ্গলবার।

গবর্ণমেণ্টের তক্কের সুপারিণ্টেণ্ডেণ্ট ইঞ্জিনিয়র বাইস সাহেবের কর্ম্ম অনাবশ্যক বোধ হওয়াতে গবর্ণমেণ্ট ব্যয় সংক্ষেপ জন্য এক কালে ৪০০০ টাকা পুরস্কার দিয়া তাঁহাকে বিদায় দেন। কিন্তু এদিকে আবার তক্কের কর্তৃপক্ষ অপর এক জন ইঞ্জিনিয়রের জন্য গবর্ণমেণ্টে লেখেন। ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের মেরিণ সেক্রেটারি তাঁহাদিগের পোষকতা করেন। এক্ষণে গবর্ণমেণ্ট জিজ্ঞাসা করিয়াছেন যদি এক জন ইঞ্জিনিয়রের যথার্থ প্রয়োজন, তবে বাইসকে পদচ্যুত করা হইল কেন? বাইস সাহেব এক্ষণে সিন্ধু নদীর তরি সমূহের কার্য্য করিতেছেন। এদিকে আবার গবর্ণমেণ্ট তাঁহাকে পুরস্কারের টাকা প্রত্যর্পণ করিতে বলিয়াছেন। ... কার জল কোথায় মরে?

ন হইল। [illegible]লিপুরের কারাগার হইতে দুই জন বিখ্যাত দস্যু পলায়ন করে। তাহার এক জন ধৃত হইয়াছে।

সম্প্রদায় টেলিগ্রাফে নিম্ন লিখিত সংবাদ প্রাপ্ত হইয়াছেন।—

১লা আগষ্ট। হাউস অব কমন্স প... কর্তৃপক্ষদিগকে গবর্ণমেন্টের ব্যয়ে ... করিবার অনুমতি দিয়াছেন। এই ... ল্যাঙ্কেশিয়ারের মজুরদিগের উপকারার্থ ... নিযুক্ত হইবে।

... ইয়র্ক ২২এ জুলাই। রিচমণ্ডের স... কোন বিষয়ের বিশেষ পরিবর্ত্ত হয় নাই। ... ১৭ই জুলাই কিয়দ্দিনের জন্য বন্ধ ... হইয়াছে। সেনাদলের জন্য নূতন সৈন্য সং... কার্য্য আরম্ভ হইতেছে। ইহার ... হইবে। সভাপতি বিদ্রোহিদিগের ... বাজেঅপ্ত বিলে স্বাক্ষরিত করিয়াছে। দেশের সীমাস্থিত অধিকাংশ প্রদেশের প্রতিনিধিরা ইহার প্রতি বাদ করিয়াছেন।

বিদ্রোহীরা কেণ্টকিতে জয়ী হইয়া আর... পাশে সেনা সমবেত করিতেছে। এমত জনশ্রুতি তাহারা নাসবিলের আড়াই ক্রোশ মাত্র দূরে আছে। জনশ্রুতি সেনাপতি জাক... হারপার ফেরির অভিমুখে যাত্রা করিতেছেন।

দিল্লী গেজেটের কাবুলস্থিত সংবাদদাতা ... শাসন কর্ত্তা মহম্মদ আলি খাঁর বিচারের এক উদাহরণ প্রদর্শন করিয়াছেন। কোহিস্থান নিবাসী এক ব্যক্তির স্ত্রী অপর এক ব্যক্তির সহিত ব্যভিচারিণী হইয়া পলায়ন করাতে তাহাদিগের উভয়ের প্রাণ দণ্ড হইয়াছে। কোহিস্থানবাসিকে পুনর্ব্বার বিবাহের জন্য ৫০ টাকা দেওয়া হইয়াছে। মহম্মদ আলি খাঁ অনেক চোরের প্রাণ দণ্ড করাতে তত্রত্য ...দের তাঁহার উপর বড় সন্তুষ্ট হইয়াছেন।

কাপ্তেন আলিস বোম্বাইয়ের পুলিসে আ... নিযুক্ত হইয়াছেন। সেনাদলের বড় উপস্থিতি ... স্থির হইতেছে।

বারাসতের সদর মুনসেফের আদালতের ... উকীল আমাদিগের নিকটে এই ... লিখিয়াছেন মুন্সেফ কোন মকদ্দমা ... করেন না। যাহাতে রক্ষা হয় এত তাঁহার চেষ্টা। অনেক স্থলে তিনি বলপূর্ব্বক রফা করাইয়া থাকেন। সাক্ষীদিগের জবান বন্দি পূর্ব্বমত মুহুরিদিগের দ্বারা লওয়া হইয়া থাকে। এরূপ বিষয়ে আমাদিগের তাদৃশ আপত্তি নাই। কিন্তু এ বিষয়ে বাধিত করা অন্যায়। আর জবান বন্দির ও মুন্সেফের গালি দেওয়ার কথা যদি সত্য হয় [illegible] কি জন্য বারাসতের শাখা জজকোর্টের [illegible]কে এবিষয়ে মনোযোগী হইতে না বলেন?

লালা সাহেবের কয়েক জন ভৃত্য গোয়ালিয়রে ধৃত হইয়াছে। তাহাদিগের নিকট অনেক কাগজ পত্র বাহির হইয়াছে। বিচারের জন্য তাহাদিগকে কানপুরে প্রেরণ করা হইবে।

দিক্ প্রকাশের এক জন পত্রপ্রেরক আক্ষেপ করিয়াছেন দিনাজপুরে অনাবৃষ্টি হওয়াতে তত্রত্য কৃষি কার্য্যের ব্যাঘাত জন্মিয়াছে। গত বৎসরেও তথায় ভাল শস্য হয় নাই, তন্নিবন্ধন অনেকে অন্নাভাবে কষ্ট পাইতেছে।

উক্ত পত্রের যশোহরের সংবাদদাতা বলেন দুরাত্মা [illegible] যশোহরের জেলের এক উপরের ঘরে বাস করিতেছে। তথায় তাহাকে যাবতীয় প্রয়োজনীয় ও দিন সেরই [illegible] দেওয়া হইতেছে। দিল্লীর সম্রাট ও [illegible] সাহেবের বেলা কি হইয়াছিল? এক জন প্রত্যহ দুই আনা খোরাকি পাইতেন, অপরের শরীরে বিশ সের লৌহ শৃঙ্খল আছে। বড় ভিন্ন ভিন্ন হইয়াছে; সামান্য কয়েদিদিগের ন্যায় আহার হইয়া থাকে। এই সকল সামান্য কারণে গুরুতর অনর্থ ও কলহের উৎপত্তি হয়। আমরা তিনিকে সুখাদ্য ও উত্তম স্থান দিবার প্রতিবাদী নহি। যাবতীয় সমুচিত কয়েদিদিগের প্রতি এক প্রকার ব্যবহার না করা হয় কেন?

৫ ই ভাদ্র বুধবার।

ফিনিক্স বলেন ইন্দোরে ভীলেরা পুনর্ব্বার দৌরাত্ম্য আরম্ভ করিয়াছে। তাহারা রাত্রিযোগে লুঠ করে। মাউ হইতে এক দল সৈন্য ভীলগণের ... সেনা তাহাদিগকে দমন করিতে গমন করিয়াছে। এই সকল ক্ষুদ্র যুদ্ধ ধনক্ষয়ের একটী প্রধান কারণ।

আউধের গেজেট বলেন এক জন ... ৫০০ টাকা চুরি যায়। তিনি তাঁহার বালক ভৃত্যের উপর সন্দেহ করিয়া তাঁহার এক জন খৃষ্টীয়ান কর্ম্মচারিকে বলিলেন উক্ত বালকের নামে তাহার ... নিকটে পত্র লেখ ... টাকা পঁহুছিয়াছে কিনা। খৃষ্টীয়ান সেই প্রকার করাতে বালকের পিতা লিখিলেন টাকা পঁহুছিয়াছে। সেই পত্র বালকের নামে আইসে কিন্তু খৃষ্টীয়ান তাহা পুলিসে ... বলিয়া তাঁহাকে কারাগারে যাইতে হইয়াছে। চোর ধরিবার জন্য ঐ পত্র ... হইলেও ঐ অপরাধ করার ... নাই। কেবল আইনের ... সরল করিয়া কার্য্য করিলে ... প্রকাশ পায়। ...

... এক জন পত্র প্রেরক বলেন ... সংক্রামক রোগে ... ত্যাগ করিয়াছেন। কিন্তু আমরা ... ওলাউঠা ... মৃত্যু হইয়াছে।

[illegible] এক জন পত্র প্রেরক বলেন আলাহাবাদের ... পুলিস কর্ম্মচারির বেশ ধরিয়া ... বিচারালয়ে ... এবং ... ধৃত করিবার জন্য ... পুরস্কার দিবার ঘোষণা হইয়াছে ... সে কাল হইলে ... 'বরুন এবং এক জন হই'।

গত শনিবার [illegible] নীলকুঠির নিকটে ... এক জন ... ব্যারী কলিকাতায় আসিয়া বাসার সন্ধান ... রাস্তে চারল ... নামে এক ... তাহাকে আপন বাটীতে লইয়া যায়। ... তাহার নিকটে ১০০ টাকা নগদ ও ২০০ টাকার নোট রাখেন। রাত্রিতে বেকার ... সুরাপানে উন্মত্ত করে। পরে প্রাতঃকালে টাকা চাহিবাতে সে কিছু জানে না বলিয়া তাঁহাকে বাটীর বাহির করিয়া দেয়। ... পুলিসে নালীশ করিবাতে টাকা ও নোট বাহির হইয়াছে। বেকার কয়েদ হইয়াছে। ... প্রকার ধূর্ত্ততা বৃদ্ধি হইতেছে। ... আমাদিগের নিকটে এক জন ...

[illegible]র খাদ্যদ্রব্য রোদন করিতে করিতে বলিল, তাহাকে সুরার সহিত অন্য মাদক দ্রব্য দিয়া অজ্ঞান করিয়া তাহার ৫০ টাকা অপহরণ করিয়াছে। কলিকাতার [illegible] সকল [illegible] দস্যু। পুলিসের এবিষয়ে সতর্ক হওয়া কর্ত্তব্য। [illegible] মিশ্রিত সুরা সেবনের [illegible] একটী [illegible]

টাইম্স অব ইণ্ডিয়া কাপ্তেন [illegible]দের [illegible] এক জীব [illegible] প্রকাশ করিয়াছেন। তাঁহার নিকটে অনেক টাকার [illegible] ছিল। [illegible] তিনি তাহাতে অক্ষম হন। [illegible] এর [illegible] হাজতে দেওয়া হইয়াছে।

[illegible] টেলিগ্রাফে [illegible] সংবাদ [illegible] হইয়াছেন।—

লণ্ডন [illegible] আগষ্ট। [illegible] বাজার [illegible] [illegible] ভাল হইয়াছে। আমেরিকার [illegible] [illegible] [illegible]

নিউইয়র্ক ২৪ এ জুলাই। গত সংবাদে [illegible] কোন বিশেষ ঘটনা হয় নাই। তত্রত্য [illegible] লোকেরা গত [illegible] অত্যন্ত [illegible] হইয়াছে। সেনাপতি [illegible] প্রধান সেনাপতি হইয়াছেন [illegible] প্রচলন বন্ধ হইতেছে। এ [illegible] বিপদের সম্ভাবনা হইতেছে।

ঢাকা নিউস [illegible] [illegible] সদর আদালত [illegible] আদালতের [illegible] হইবার কারণ [illegible] পারিতেছেন না। [illegible] বিচারপতি এই কারণ।

[illegible] বিষয়ে আমরা [illegible] লিখিয়াছিলাম, উক্ত পত্র [illegible] [illegible] সর্গে যাইতে চাহেন? তিনি [illegible] এই উত্তর দিয়াছেন "বিবেচনা [illegible] [illegible] রসিকতা প্রকাশিত [illegible]। [illegible] বলিতেছি এগরুটি যদি বাঙ্গালী গরু [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] না। [illegible]দিগের [illegible] সর্বত্রেই [illegible] [illegible] আপনাদিগের [illegible] [illegible] থাকেন [illegible] এক [illegible] [illegible] আমরা [illegible] [illegible] [illegible] সম্পাদক [illegible]

করিয়াছেন! নীলের চাস করিয়া বাঙ্গালী [illegible] দিয়াছে। কিন্তু আমরা এগরুর কথা বলি নাই। দুই চক্ষু নীলবর্ণ, [illegible] লোহিত ও অপর [illegible], [illegible] চিহ্ন [illegible] সর্ব্বদা [illegible] ও অপরটি [illegible] দিকে থাকে। [illegible] (ইংরাজি [illegible] নীল ও লোহিত [illegible] হয়। [illegible] সাহেব [illegible] [illegible] ছিলেন। তাঁহার পুত্র [illegible] ছিল কিন্তু [illegible] এই ঐ গরু যখন [illegible] প্রভৃতি [illegible] [illegible] [illegible] তাহাতে [illegible] হইয়া [illegible] করে। এই গরু যখন ডাকে, তখন "নীল, [illegible]" [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] নাই। আমরা তাহাদিগকে এই [illegible] অসাধারণ [illegible] [illegible] করিয়াছিলাম।

[illegible]

হায়দ্রাবাদের [illegible] রাজা হইতে [illegible] দিয়াছেন।

লণ্ডনে ১০০০০ টাকা [illegible] একটি [illegible] প্রতিমূর্ত্তি করিয়া [illegible] [illegible] প্রস্তাব হইয়াছে। এখানে [illegible] [illegible] টাকা সংগৃহীত হইয়াছে [illegible] [illegible] ২০,০০০ [illegible] [illegible] টাকা হইতে [illegible] প্রতিমূর্ত্তি [illegible] [illegible] [illegible] করিতেছেন।

[illegible]

টাইম্স অব ইণ্ডিয়া বলেন [illegible] হইবার সম্ভাবনা।

[illegible] [illegible] [illegible] প্রতিমূর্ত্তি নির্ম্মিত হইয়া [illegible] [illegible] হইবে। [illegible] তাঁহার পুত্র [illegible] [illegible] সাধারণ [illegible] দ্বারা একটি [illegible] প্রতিমূর্ত্তি [illegible] [illegible]

কলিকাতার [illegible] [illegible]

[illegible] হইতে ৩০০ [illegible] চুরি গিয়াছে। অথচ [illegible] [illegible] ছিল।

মাদ্রাজের [illegible] [illegible] সাহায্যার্থ [illegible] দিয়াছেন। [illegible] প্রধান বণিক [illegible] ১০০ টাকা [illegible] দিয়াছেন।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] নামে এক ব্যক্তির [illegible] [illegible] [illegible] এক [illegible] [illegible] [illegible] [illegible] করিয়া [illegible] আহত [illegible] [illegible] [illegible] ও নানা প্রকার [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] সাহেব [illegible] [illegible] যাইতেছেন। [illegible] [illegible] [illegible] যদি [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] জীবিত থাকেন, তিনি [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] করিয়া [illegible] হইয়া [illegible]

কলিকাতার [illegible] [illegible] সাহেব [illegible] প্রভৃতি কলিকাতার [illegible] [illegible] রিপোর্ট [illegible] [illegible] বিশেষতঃ [illegible] আমাদের [illegible] প্রতিবাদ করেন [illegible] [illegible] তাঁহাদিগের [illegible] হইয়াছেন। [illegible] সাহেব [illegible] [illegible] প্রধান [illegible] [illegible] করিয়াছেন, কিন্তু [illegible] বাকী আছে।

ক করিয়া তাহার অধ্যক্ষতা প্রা- াছেন। তাঁহার অনুরোধ গ্রাহ্য করা

। নিবকর রাও ভারতবর্ষের শাসন সংক্রান্ত এক খানি ক্ষুদ্র পুস্তক মুদ্রিত কন। হিন্দু পত্র বলেন, তাহা ৫০ খা চক। নিবকর রাও প্রস্তাব করিয়াছেন, জন্য পৈতৃক সম্পত্তি বিক্রয় কর উচি ৫। নিবকর রাও যাহা বলেন, তাহা ই পূর্ব্বক শ্রবণ ও গ্রহণ করা কর্ত্তব্য। তাঁ ন্যায় রাজনীতিজ্ঞ গবর্ণর জেনেরলের র অ.র নাই।

ক্রেণ্ড অব ইণ্ডিয়া ভারতবর্ষের রাজস্ব থে অপব্যয় করিবার বিষয়ে ক্রোধ প্র ও লোহিতসমুদ্রের টেলিগ্রাফ, পারস্য র টেলিগ্রাফ এবং নূতন ভারতবর্ষীয় বা- শ্য যে অন্যায় ব্যয় হয় তাহার প্রতিবাদ রা লিখিয়াছেন "ইংলণ্ডীয় ব্যয়ে আমা- ার (ভারতবর্ষের) রাজস্বের চতুর্থাংশ প্রাপ্ত হইতেছে। আমরা যথা সময়ে যথা ই ও তন্ন তন্ন হিসাব চাহি যাহা দ্বারা আ, জানিতে পারিব, কিপ্রকারে প্রতিবৎসর কোটি টাকা ব্যয়িত হয়। মহাসভায় কো- াব দেওয়া হয় না। যে ব্যবস্থাপক সভা । আমাদিগের উপর শতকরা চারিটাকা টাক্স ধার্য্য করিয়াছেন, তাঁহারাও কো ব প্রাপ্ত হন না, এই অবধি আমাদি ত্বের যোল এই হইবে "ইংলণ্ডের ব্যয় আর ভারতবর্ষের ইনকমট্যাক্স উঠাই- . * আমরা সহবার এবিষয়ে আমাদি দেশের লোককে ঐ সকল অপব্যয় নিবা চেষ্টা করিতে অনুরোধ করিয়াছি, কি াহাদিগের কোন ক্রমেই নিরাক হইতে ।।

ন্ক পত্র বলেন সর রবার্ট মণ্টগমারি মন্ত্র মেমোরল করাইয়া ও অন্য অন্য প্র- ৫২ লক্ষ টাকা উঠাইয়াছেন কিন্তু তার র গবর্ণমেণ্ট আপনাদিগের প্রাপ্য শত ০ টাকা লইলে এখনও পঞ্জাবের ২০ ল- ক্ষ অনুমান থাকে। আমরা বাসনা করি ... যাহার শীঘ্র বাণিজ্য বঙ্গদেশের ... কহিবে।

প্রকাশিত হইয়াছে, তিনকড়ি ভট্টাচার্য্যকে তাহার রক্ষিত বেশ্যা গোলাপ বধ করিয়া ছে। ঐ কতভাগ্য ভূমি বিক্রয় করিয়া ৫০০ টাকা আনিয়াছিল। তাহারই লোভে তাহাকে ঐ স্বৈরিণী ও তাহার আর এক উপপতি দুই জ বধ করে। তাহারা উভয়ে সেসিয়নে সম র্পিত হইয়াছে। বেশ্যালয় পাপের আলয়, ঐ স্থানে পুলিসের সবিশেষ দৃষ্টি থাকে না কেন?

৭ই ভাদ্র শুক্রবার।

ভারতবর্ষীয় রেইলওয়ে কোম্পানি প্রকা- শ করিয়াছেন, গঙ্গার জল ও স্রোত বৃদ্ধি হও য়াতে তাঁহারা রাত্রি যোগে পারাপারের বা- ষ্পীয় জাহাজ চালাইবেন না। তবে পূর্ব্ব নাটু রেদিগেরই প্রতাপ বৃদ্ধি।

রমাপ্রসাদ বাবুর মৃত্যু হওয়াতে কানিং স্মরণীয় ফণ্ডের আর একজন সেক্রেটারি মনো নীত করিবার জন্য অদ্য ভারতবর্ষীয় সভা গৃহে এক সভা হইবে।

শুনিয়া শ্রবণ করিয়াছেন কলিকাতায় ইউরোপীয় নাট্যশালা হইবে। আমা দিগের ও কথায় কাজ কি?

পঞ্জাবের দুর্ব্বৃত্ত লেপ্টেনেণ্ট আজনের বিচা র মুলতানের সামরিক বিচারালয়ে হইতেছে। আমরা দেখিব কোন্ স্থানে সবিচার হয়।

শিল্পপ্রদর্শনী সভার পুরস্কার দেওয়া হইয়াছে। প্রায় ২৫০০০ ব্যক্তি দ্রব্য প্রদর্শন করিয়াছেন। ৬১৫ ব্যক্তি মেডাল পাইয়াছেন। ইহাদিগের মধ্যে ৩২৮ জন ইংলণ্ডেশ্বরীর প্রজা ও ২৮৭ জন বিদেশীয়। বাবু চন্দ্রকুমার দে এতদ্দেশীয় ঔষধ প্রভৃতির প্রদর্শন জন্য দুটি মেডাল পাইতেছেন।

ফিনিক্স এক জন পত্রপ্রেরকের পত্রের বিষয় লিখিয়াছেন "পূর্ব্বে টাকা লইয়া কিছুই না দেওয়া এ দেশের লোকের স্বভাব।" ঠিক কথা। এই লোবেইত এক পুরুষে দাদন লইলে তিন পুরুষে নিষ্কৃতি পায় না! এই কারণেই কর্জ্জ ও দাদন প্রভৃতি শব্দ কখন এদেশের লোকের শ্রুতিগোচর হয় নাই! সম্পাদক আর দুটি দুঃস্বভাবের কথা কহিতে ভুলিয়া- গিয় ছেন। এক, কোন জমীদার কর বৃদ্ধি ক- রিলে এদেশীয়েরা গোপনে তাহার প্রাণ সং- হার করে এবং বিবাহ করিয়া যদি বিবাহ কর নাই।

৮ই ভাদ্র শনিবার।

ত্রিবাঙ্কুরের রাজার শ্বশুরের আজ্ঞানুসা- রে একব্যক্তি হত হইয়াছে। এক জন ভৃত্যের উপরে তাঁহার এই সন্দেহ হয় যে তাহার সহি ত তাহার স্ত্রীর প্রসক্তি হইয়াছে। অতএ তিনি দুই জন দুর্ব্বৃত্ত দ্বারা তাহার বধ সম্পা- দন করেন। বিচার হইয়া তাঁহার ২০ বৎসর কারাবাসের আদেশ হইয়াছে। ত্রিবাঙ্কুরের রাজা যথার্থ রাজধর্ম্মের অনুসরণ করিয়াছেন

ফিনিক্স বলেন দিল্লীর লুঠ হইতে মৃ সেনাপতি উইলসনের ১,০১,১০৯ টাকা প্রাপ্ত স্থির হইয়াছে। এই টাকা তাঁহার পরিবারকে দেওয়া হইবে সন্দেহ নাই।

উক্ত পত্র বলেন, দুই মাসের মধ্যে লিবর পুলের লবণে ২০ লক্ষ টাকা শুল্ক উঠিয়াছে ২০ এ আগষ্ট ১,২৬,০০০ টাকা আদায় হয় এ প্রকার শুল্ক আদায় হইলে লবণের গো ম্তান উঠাইয়া দিলে ক্ষতি হইবে না।

নিম্ন লিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগ বিক্রীত হইতেছে।

৪ টাকার সিক্কা	৯১৵০—৯১।০
৪ টাকার কোম্পানির	৯৩৷০—৯৪৴০
৫ টাকার	১০৫।।০—১০৫৷০
৫।। টাকার	১১১৷০—১১২

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

১১ই আগষ্ট— লোহার ডাঙ্গার মফস্ব কমিসনর লেপ্টেনাণ্ট আর, সি, বলি প্রথম শ্রে ণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হই লেন।

১২ই আগষ্ট— এচ, সি, আর, সি, র মন সাহেব কিস্তিবন্দের জন্য মফস্বলের স পাইয়া দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষ মতা পাইবেন।

টি, স্মিথ সাহেব মহীদার মাজিষ্ট্রেট ও ক লেক্টরের সহকারী হইয়া দ্বিতীয় শ্রেণির অধী মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

জে, এস, আরমষ্ট্রং সাহেব ভুলিয়ার সা প্প, বিদ্যা শিক্ষা কমিটির এক জন সভ্য হ লেন।

এ, গ্রা সাহেব ১৮৬৯ অব্দের ১ আইন অ সারে কলিকাতায় প্রতিনিধি, নিদিষ্ট আইন ইবেন। ঐ সাহেব উক্ত আইনানুসারে ১ধারানুসা অনুমতি পত্র দিতে পারিবেন।

১৩ই আগষ্ট — নিম্ন লিখিত কর্ম্মচারিরা বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভার ১৮৬২ অব্দের ৩ আইনের ১৯ ধারা ও ১৮৫৯ অব্দের ১০ আইন অনুসারে যশোহরের মোকদ্দমায় জামীন গ্রহণ করিতে পারিবেন।

মাগুরার ছোট আদালতের জজ মে, ও এ- ম সাহেব।

নড়ালের ছোট আদালতের জজ বাবু হর-কুমার দত্ত।

কোটচাঁদপুরের ছোট আদালতের জজ বাবু রক নাথ রায়।

মাগুরার মুন্সেফ বাবু ভাগিনীচরণ মুখোপাধ্যায়।

ঝেনিদাহের মুন্সেফ বাবু মধুসূদন দত্ত।

নিম্ন লিখিত কর্ম্মচারিরা বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভার ১৮৬২ অব্দের ৩ আইনের ১৯ ধারা ও ১৮৫৯ অব্দের ১০ আইন অনুসারে যশোহরের অন্তঃপাতী শাঁতোর, নলদিহি, ও মহম্মদপুর পরগণার এবং ফরিদপুরের অন্তঃপাতি মহকুমা, মোহনসাহি, নসিবসাই, বেলগাছি, পরগণার এবং পাবনার জামীন গ্রহণ করিতে পারিবেন ঃ—

যশোহর প্রভৃতির ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু কালীচন্দ্র বন্দ্যোপাধ্যায় মগুরার প্রভৃতির প্রতিনিধি ডেপুটি মাজিষ্ট্রেট ডেপুটি কালেক্টর বাবু কৃষ্ণবিহারী মুখোপাধ্যায়, বরদাপ্রসাদ মুন্সেফী, আনন্দমোহন মজুমদার, জগন্নাথ বন্দ্যোপাধ্যায়, বিশ্বেশ্বর চক্রবর্ত্তী মৌলবী মজম্মল মালিক।

২৪ পরগণার প্রতিনিধি ডেপুটি কালেক্টর বাবু গঙ্গাচরণ সরকার ১৮৬৩ অব্দের ১৫ আইন অনুসারে উক্ত জেলার প্রতিনিধি ডেপুটি মাজিষ্ট্রেট হইয়, দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমত, পাইবেন।

—•—

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু।

কিয়দ্দিন অতীত হইল, জগন্নাথনগর নিবাসী শ্রীমদনমোহন মণ্ডলের বাটীতে এক ডাকাইতি হইয়া গিয়াছে। দুরাত্মারা ঐ মণ্ডলের একটী বালিকা কন্যাকে অত্যন্ত যন্ত্রণা দিয়াছে। যৎকালে ঐ দুরাত্মারা উহার বাটীতে প্রবেশ করে তৎকালে ঐ বালিকা এক নিদ্রিতা ছিল। ঐ বালিকা ব্যতিরেকে আর সকলেই পলাইয়াছিল। দস্যুরা বাটীতে প্রবেশ করিয়াই ঐ বালিকাকে জাগরিত করিয়া জিজ্ঞাসা করিল "তোর বাপ কোথা" সে কহিল আমি কিছুই জানি না। এই কথা বলাতে দুরাত্মারা হুতাশনের ন্যায় ক্রোধে প্রজ্বলিত হইয়া যোরাইয়া তাহার অঙ্গ ক্ষতবিক্ষত করিলে দুর্ভাগা ঐ বালিকা কহিয়াছিল "যে আমাকে যাতনা দিতেছ বটে কিন্তু আমি তোমাদের মধ্যে অনেককেই চিনি"। এই বালিকা অবস্থায় মুখ হইতে নিঃসৃত রক্তধারাকে অগ্নি মধ্যে ঘৃত পতিত হইলে যে রূপ প্রজ্বলিত হয়, তদ্রূপ ক্রোধে প্রজ্বলিত হইয়া তাহারা তাহাকে যে রূপ ভয়ানক যন্ত্রণা দিল তাহা আমার লেখনীও লিখিতে সক্ষম নহে। পরে দস্যুগণ আকাঙ্ক্ষা পূর্ণ করিয়া প্রস্থান করিলে তাহার পিতা মাতা আসিয়া কন্যার এরূপ দুরবস্থা দর্শনে অতীব দুঃখার্ণবে মগ্ন হইল, একে সর্ব্বস্বান্ত তাহাতে আবার কন্যার এরূপ দুর্দ্দশা। ইহা দর্শনে ঐ মণ্ডল বিচারালয়ে সমস্ত বিষয় জানাইলে, খিদির পুরের দারোগার উপরে ঐ বিষয়ের তত্ত্বানুসন্ধানের ভার হয়, কিন্তু ঐ সুশীল মহাত্মা ঐ স্থানে গমন করিয়া কি কারণে বলিতে পারি না অম্লান বদনে মাজিষ্ট্রেট সাহেবের নিকট রিপোর্ট করিলেন যে ঐকন্যা ভ্রষ্টা, উহার উপপতিকে জব্দ করিবার আশয়ে এইরূপ ডাকাইতির ভাণ করা হইয়াছে। মাজিষ্ট্রেট সাহেবও ঐ কথায় বিশ্বাস করিয়া মোকদ্দমা ডিসমিস করেন। দস্যুরা ইহাতে উৎসাহিত হইয়া বৈঞ্চবঘাটা প্রভৃতি কতিপয় স্থানে ডাকাইতি করে। পরে ঐ কন্যা ঈশ্বর প্রসাদাৎ কিঞ্চিৎ আরোগ্য লাভ করিলে ঐ মণ্ডল উহাকে সমভিব্যাহারে লইয়া গিয়া এই বলিয়া পুনরায় প্রার্থনা করিল যে অষ্টমবর্ষীয় কন্যার কি কখন ব্যভিচার দোষ সম্ভব হইতে পারে? উহাকে দর্শন করিয়া মাজিষ্ট্রেট সাহেব স্বয়ং জগন্নাথনগরে উপস্থিত হইলেন ও তৎস্থানের সমস্ত লোককে উপরি উক্ত মণ্ডলের বাটীতে ডাকাইয়া আনিলেন তন্মধ্যে যে কয়েকজন উহার পরিচিত ছিল তাহাদিগকে ঐ বালিকা দেখাইয়া দিবামাত্রই গ্রেপ্তার করিলেন, কিন্তু কিঞ্চিৎ উত্তম মধ্যম গোচ প্রাপ্ত না হইয়া কেহই স্বীকার বা তাহাদিগের অন্য অন্য সহচর বর্গদিগের নাম করিল না। এক্ষণে সকলেই মুক্ত হইয়াছে, কিন্তু দারোগা মহাত্মার যে কি হইয়াছে তাহার কিছুই সংবাদ প্রাপ্ত হই নাই। মহাশয়! ঐ দুরাত্মাদিগের দোষারোপ করা বৃথা। যদি আমাদিগের দেশের পুলিশ সংশোধন হয় তাহা হইলেই এরূপ অত্যাচার হইতে হয় না।

—

কয়েদিদিগের দুরবস্থা।

পরমপূজনীয় শ্রীযুক্ত সোমপ্রকাশ

সম্পাদক মহাশয়েষু।

সবিনয়ং নিবেদনমিদং।

মহাশয়ের গত ১৭ ই আষাঢ়ের পত্রিকায় অত্রত্য কারাগৃহ ও বন্দীগণ বিষয়ক প্রস্তাবটি পাঠ করিয়া অত্যন্ত সন্তুষ্ট হইয়াছি। আমি এবিষয়ে যথাসাধ্য কিঞ্চিৎ অনুসন্ধান করিয়া দেখিয়াছি যে কারাগৃহে বাস করিয়া বন্দীদিগের স্বভাব সংশোধন হওয়া দূরে থাকুক বরং পূর্ব্বাপেক্ষা অধিকতর দুর্বৃত্ত হইয়া যায়। অত্রত্য কারাগৃহের প্রতি দৃষ্টিপাত করিলে বোধ হয় যেন বন্দীগণকে অত্যন্ত শিক্ষা দিবার জন্যই ইহার সৃষ্টি হইয়াছে। কিন্তু কেবল কোন দিকে কয়েদীরা চিরকাল সংশোধন হয় না, মনোমধ্যে যে পাপের ভয় প্রবল থাকে, সেই পর্য্যন্তই বন্দীগণ দুষ্কর্ম্ম হইতে বিরত থাকিয়া তৎপরে পুনরায় দুষ্কর্মকারী হয় বরং কিছুকাল বিরামের পর বন্দীগণের দুষ্প্রবৃত্তি অধিকতর প্রবল হইয়া উঠে। অধিক যে স্থলে অধিকসংখ্যক অসৎ ব্যক্তি একত্র বাস করে, তথায় কেবল অতি কুৎসিত বিষয়ের আলোচনা হইয়া থাকে, সুতরাং তাহাদিগের দুষ্কর্ম্মে বিলক্ষণ প্রবৃত্তি জন্মে।

কয়েদিদিগকে যেরূপ পরিশ্রম করিতে হয় এবং তাহারা যেরূপ আহার পাইয়া থাকে, তাহাতে অধিকাংশের আমাশয় রোগ জন্মিয়া প্রাণ বিয়োগ হয়। অনুমান রোগের ও আবার অনেককে ভোগ দিতে হয়। কখন কখন দৈনিক কর্ম্ম এত অধিক পরিমাণে বন্টিত হইয়া থাকে, যে দুর্ব্বল কয়েদিরা তা সমস্ত নির্ব্বাহ করিতে অসমর্থ হইয়া সঙ্গিগণ দ্বারা কতক সমাধা করিয়া লয় তৎ বিনিময়ে তাহাদিগকে আপন আপন অত্যল্প আহারের কিয়দংশ দিতে হয়। দুর্ব্বল, তাহাতে অপরিমিত শ্রম, তদুপরি বার কেবল অর্দ্ধাশনে দিনপাত, ইহাতে যে হওয়া সম্ভাবিত, তাহা সকলেই বুঝিতে পারিতেছেন। এই অসাধারণ যন্ত্রণা হইতে রক্ষা ইহার কেবল একমাত্র উপায় হাঁসপাতাল। বায় প্রেরিত হইবার জন্য পীড়িত না হইলে অনেকে নানা প্রকারে প্রতারণা করিয়া পীড়িত বলিয়া হাঁসপাতালে যায়। শুনিয়াছি ইহারা প্রথমতঃ অনেকক্ষণ পর্য্যন্ত হস্তপদাদি জলে ভিজাইয়া রাখে শরীর বিলক্ষণ শীতল হইয়া অঙ্গ লির চর্ম্মাদি কুঞ্চিত হইলে উঠ ওলাউঠা হইয়াছে বলিয়া ডাক্তারের আতঙ্ক করিয়া ডাকিয়া আনিতে কহে; ডা আগমন করিলে বাহুমূলের নাড়ী টিপিয়া ও আমাশয় মধ্য দিয়া হস্তবহির্গত করিয়া ডাক্তর এরূপ অবস্থার রোগীকে নাড়ী দেখিয়া সকলেই হতবুদ্ধি হইয়া পড়েন।

জেলখানায় মৃত্যুসংখ্যা তৎতুল্যার্থ বৎ পল্লী অপেক্ষা অনেক অধিক। এক জন ইহার এই কারণ নির্দ্দেশ করেন দীরা পীড়িত হইলে হাঁসপাতালে বহু চিকিৎসাধীন থাকে, কিন্তু তথা হইতে বহির্গত হইলে য়ে আর আর সুস্থ কয়েদিদিগের আ শায়, সুতরাং তাহা উত্তম রূপে প হওয়াতে তাহারা পুনরায় পীড়িত বশে অনেক কয়েদী বারবার পীড়িত প্রাণ ত্যাগ করে।

পূর্ব্বে ইউরোপখণ্ডে অতি দোষে ফাঁসী হইত। সেই নিষ্ঠুর বর্জ্জিত হইয়া এক্ষণকার কারাগার প্রচলিত হইয়াছে। কিন্তু যদি সেই অকাল মৃত্যুই হইল কারে ইদানীন্তন আইন বলিয়া পরিগণিত হইতে প অকাল মৃত্যু অপেক্ষা কী ছিল, তাহা হইলে ইহ কার

না ও পরকালে তত্রত্য জুলনীয় [illegible] এরূপ ভোগ করিতে হইত না।

আমার বিবেচনায় কারাগৃহের বর্ত্তমান দুরবস্থার দুটী প্রধান কারণ আছে।

১। অপরিমিত ও কদর্য্য আহার। আমি এখানকার কথা বলিতে পারি না, কিন্তু আমি বিশেষ রূপে জানি কাশীতে আটার সহিত অনেক ভূষি মিশ্রিত থাকে।

অপরিমিত পরিশ্রম। কয়েদিদিগের দৈহিক শক্তি বিবেচনা না করিয়া সকলকে [illegible] করিয়া সমান পরিমাণে কর্ম্ম দেওয়া হয়, ইহা অত্যন্ত অন্যায়। আমি বারাণসীর কারাগৃহে দেখিয়া আসিয়াছি, যে সকল [illegible] প্রাত্যহিক পরিমাণ করিয়া দেওয়া যাইতে পারে না, তাহা বেলা ৪ ঘটিকার সময় বন্ধ হয়। কিন্তু এই সময় মধ্যে ভিন্ন ভিন্ন প্রকার কর্ম্মের [illegible] বিষয়ে কোন বিচার হয় না। কর্ম্ম [illegible] অথবা অল্প আয়াস সাধ্য হউক না কেন [illegible] সবল কি দুর্ব্বল সকলেরই সেই ৪ ঘটিকা পর্য্যন্ত কর্ম্ম করিতে হইবেক কিন্তু যে সকল কর্ম্মের পরিমাণ নির্দ্দিষ্ট হইতে পারে, তাহা সন্ধ্যাই হউক আর রাত্রি ৮ ঘটিকাই হউক সম্পূর্ণরূপে সমাপ্ত না হইলে অব্যাহতি নাই। শুনিলাম [illegible] ব্যক্তিকে ঘানিগাছ ঘুরাইয়া তৈল প্রস্তুত করিতে হয় তাহাদিগকে প্রায়ই রাত্রি ৮টা পর্য্যন্ত বলদের ন্যায় ঘুরিতে হয়।

[illegible] বন্দীগণকে যে যে কারণে পরিশ্রম করান [illegible], তাহাও নিম্নে নির্দ্দেশিত হইতেছে। [illegible] বন্দীগণকে কারারুদ্ধ অবস্থায় এরূপ কর্ম্মে [illegible] দেওয়া উচিত যে তাহারা কারাগার মুক্ত হইলে পুনর্ব্বার কুকর্ম্মে লিপ্ত না হয়, [illegible] স্ব স্ব জীবিকা উপার্জ্জন করিতে [illegible] ইহার প্রতি বিশেষ দৃষ্টি রাখা আবশ্যক [illegible] ঘুরাইলে তাহা হয় না।

[illegible] কার্য্য নির্দ্দিষ্ট [illegible] থাকিলে [illegible] উপকারী হয়।

[illegible] পরিমিত পরিশ্রম [illegible] শীঘ্র বিনষ্ট হইয়া থাকে।

[illegible] কারণ [illegible] পরিশ্রম করাইবার [illegible] কয়েদিদিগের [illegible] ইহা কোনক্রমেই [illegible] কোন কর্ম্মচারীর [illegible] তাহা হইলেই তিনি অনায়াসেই [illegible] ও কোন অংশে গবর্ণমেন্টের [illegible] হইতে যেন সন্দেহ নাই, [illegible] উদারজনোচিত বিবেচনা করিতে গেলে কয়েদিদিগের স্বাস্থ্য ও শ্রম [illegible] লভ্যের উপর গবর্ণমেন্টের হস্তক্ষেপ করিবার কি ক্ষমতা আছে? [illegible] গবর্ণমেন্ট কয়েদিদিগের অর্জ্জিত ধন গ্রহণ করেন না। কারাগার হইতে মুক্ত হইলে কোথাও কোন কর্ম্ম পাওয়া অতি সহজ ব্যাপার নহে, তাহাদিগের নিকট কিঞ্চিৎ অর্থ থাকিলে ক্রমশঃ কর্ম্মের চেষ্টা করিয়া সদুপায়ে জীবিকা নির্ব্বাহ করিবার সুবিধা হইতে পারে। [illegible] বলা বাহুল্য, গবর্ণমেন্ট একেবারে এত টাকা [illegible] দিতে পারিবেন না; যাহা হউক যদি কয়েদিদিগের বাস্তবিক উপকার করিবার মানস থাকে তবে কয়েদিদিগের প্রাত্যহিক কর্ম্ম নির্দ্ধারিত করিয়া দেওয়া ও যে কর্ম্মে যত পরিশ্রম করিতে হয় তৎপ্রতি দৃষ্টি রাখিয়া কর্ম্মের পরিমাণ করিয়া দেওয়া উচিত।

১ কয়েদিদিগের বল ও শারীরিক অবস্থা বিবেচনা করিয়া পরিশ্রমের তারতম্য বিশেষ কর্ত্তব্য।

২। এক্ষণে এই রীতি আছে কয়েদিরা দুষ্কর্ম্মান্বিত হইলে তাহাদিগকে কষ্টসাধ্য কর্ম্ম করিতে দেওয়া হয়। এ রীতি মন্দ নহে, কিন্তু দুষ্ট হইলে শাস্তি দেওয়া অপেক্ষা সচ্চরিত্র হইলে পুরস্কার দেওয়া ভাল, অতএব [illegible] মধ্যে বন্দীগণের আহার ও পরিধেয় মান [illegible] বিধ ২। ৩। ৪ শ্রেণী বিভাগ করিয়া এরূপ বন্দোবস্ত করা যায় যে বন্দীগণের যে সকল ব্যক্তির চরিত্র অপেক্ষাকৃত উত্তম ও যাহারা [illegible] কর্ম্ম করিতে প্রস্তুত হইবে তাহারা অপেক্ষাকৃত উত্তম ভোজনাদি পাইবে, আর যাহারা অধম হইবে, তাহারা অধম ভোজনাদি পাইবে। কিন্তু সেই ভোজনাদি বন্দীগণের ন্যায়ানুগত [illegible] অতিরিক্ত ও নিতান্ত অপকৃষ্ট ও পীড়াদায়ক না হয়। তাহা হইলে আমার বোধ হয় বন্দীগণের শারীরিক অবস্থা পূর্ব্বাপেক্ষা অনেক ভাল হইতে পারে।

৩। আমার বিবেচনায় বন্দীগণের দুরবস্থার তৃতীয় কারণ এই যে উহাদিগের মনোবৃত্তির চালনা সমুচিত রূপে হয় না। মানব প্রকৃতির প্রতি মনোযোগ দৃষ্টি করিলে স্পষ্ট বোধ হয় যে শারীরিক ও মানসিক পরিশ্রম মধ্যে বিলক্ষণ সম্বন্ধ আছে। যদি মানসিক পরিশ্রমের আধিক্য হইলে মনুষ্য পাগল হইয়া যায়, তবে অপরিমিত শারীরিক পরিশ্রমের সহিত মনোবৃত্তির চালনা রহিত হইলে কেনই বা পীড়া উপস্থিত না হইবে? আমাদিগকে সাংসারিক ব্যাপারে লিপ্ত থাকিতে হইলে আহার, নিদ্রা, স্ত্রী পুত্র পরিজনাদির রক্ষণাবেক্ষণ ও অন্যান্য লৌকিক ও সামাজিক কর্ম্ম প্রতিপালনার্থ প্রত্যহ অনেক বিষয়েরই ভাবনা করিতে হয়। কিন্তু বন্দীদিগের প্রত্যূষ হইলেই, অথবা সম্পূর্ণ রূপে নিদ্রাভঙ্গ না হইতে হইতে, কর্ম্ম [illegible] তথায় না আছে মন না আছে [illegible] সেকর্ম্ম করিয়া মনের স্ফূর্ত্তি জন্মিবার সম্ভাবনা কি? অপর ছুটীর পর আহার [illegible] সমস্ত দিনের ঘোরতর শ্রমের পর [illegible] সেই সকল অসৎ সঙ্গীর সহিত [illegible] আলাপে দিনযাপন করে, অতএব [illegible] পূর্ব্বকৃত কুকর্ম্ম জন্য অনুতাপ [illegible] মন [illegible] পরিশুদ্ধ [illegible] নিযুক্ত থাকিবে।

[illegible] বন্দীদিগের [illegible] ভোজন ও পরিধেয় [illegible] উত্তর বিধান করিয়া [illegible] শ্রেণী [illegible] করিবার প্রধান উদ্দেশ্য এই যে [illegible] উৎসাহ [illegible] তখন তাহাদিগের চরিত্র সংশোধন চেষ্টা [illegible] কার্য্য করিবার [illegible] তাহা হইলে তাহাদিগের [illegible] অনেক [illegible] পাপাসক্ত [illegible] কোমল হয়, সদুপদেশ [illegible] উপযোগী হওয়া অসম্ভাবিত নহে।

[illegible]।

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু [illegible] রায় [illegible]
১২৬৯ শ্রাবণ অবধি পৌষ পর্য্যন্ত কোং ৫ টাকা
" মাধবচন্দ্র তর্কালঙ্কার [illegible]
১২৬৯ ভাদ্র অবধি মাঘ পর্য্যন্ত কোং ৫
" হরিকৃষ্ণ মল্লিক [illegible]
১২৬৯ ভাদ্র অবধি মাঘ পর্য্যন্ত কোং ৫
" কেদারনাথ মুখোপাধ্যায় [illegible]
১২৬৯ কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫
" ভুবনমোহন চৌধুরী [illegible]
১২৬৯ ভাদ্র অবধি মাঘ পর্য্যন্ত কোং ৫
" ভোলানাথ মুখোপাধ্যায় [illegible]
১২৬৯ আষাঢ় অবধি অগ্রহায়ণ পর্য্যন্ত ৫
" প্রমথনাথ [illegible] কলিকাতা
১২৬৯ শ্রাবণ হইতে পৌষ পর্য্যন্ত কোং ৫

[illegible]

সোমপ্রকাশ

" প্রবর্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং। "

৪ ভাগ। ৪২ সংখ্যা। { সন ১২৬৯। ১৭ ভাদ্র। ইং ১৮৬২। ১ সেপ্টেম্বর { মাসিক মূল্য ... বার্ষিক অগ্রিম ...

সোমপ্রকাশ।

১৭ইভাদ্র সোমবার।

ছাত্রবৃত্তি

পাঁচ বৎসর অতীত হইল, উড্রো সাহেব শিক্ষার্থি বালকদিগের উৎসাহ বর্দ্ধনার্থ আদর্শ, ইংরাজী বাঙ্গালা ও বাঙ্গালা বিদ্যালয়ের পরীক্ষোত্তীর্ণ ছাত্রদিগকে কয়েকটী ছাত্রবৃত্তি দিবার ও সেই ছাত্রবৃত্তি প্রাপ্ত ব্যক্তিদিগকে বিনা বেতনে গবর্ণমেণ্ট বিদ্যালয়ে অধ্যয়ন করিতে দিবার প্রস্তাব করেন। এ প্রস্তাব ... সন্দেহ নাই। ইহার ... হে। পল্লীগ্রামস্থ বিদ্যালয়ে ... লোকের সন্তানেরাই পাঠ ... তাহারা অর্থবিরহে দীর্ঘকা... অধ্যয়ন করিতে শক্ত হয় না ... নিয়ম হওয়াতে অনেকের উপকার ... হে, সন্দেহ নাই। কিন্তু কিঞ্চিৎ ... মার দোষে ইহা আশানুরূপ ... হে না। তৎকৃত প্রস্তাবানুসারে ... চারি বৎসর মাত্র ছাত্রবৃত্তি প্রাপ্ত ...

ওদিকে এক্ষণে প্রায় যাবতী... শ্রেণির গবর্ণমেণ্ট বিদ্যালয়ে নয় বৎ... করিয়া শেষে বিশ্ববিদ্যালয়ের প্রবে... শীক্ষা দিবার নিয়ম হইয়াছে। দ্বিতী... বিদ্যালয় সকলেও সাত বৎসর ... না করিয়া পরীক্ষা দিবার উপায় ... রূপ হলে নিতান্ত পক্ষে ছয় সাত ... পাঠ না করিলে কোন ছাত্র প্র... পরীক্ষা দিতে সমর্থ হয় না। কিন্তু ... চারি বৎসর ঊর্দ্ধসংখ্যা পাঁচ বৎ... বেতনে পাঠ করিতে পায়। তাহা... ক স্থলে এই দোষ ঘটে, অনেক... বিরহে অগত্যা প্রবেশিকা পরীক্ষা... পূর্ব্বে বিদ্যালয় পরিত্যাগ করি... সুতরাং তাহাদিগের শিক্ষারও ... জন্মে। চারি পাঁচ বৎসর মাত্র অ... রিয়া সুশিক্ষালাভের সম্ভাবনা কি... লাভের সময়ে তাহারা তাহা হইতে...

এটি সামান্য দুর্ভাবনার বিষয়
না অপেক্ষা নিষ্ঠুরতা কি আছে ?
ছাত্রই চারি বৎসর কাল দুর্ভাগ্যবশতঃ
প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হইতে
না। উড্রো সাহেব ও শিক্ষাসংক্রান্ত
ঙ্গের কি এবিষয় অবগত নহেন ? যদি
না জানেন তাহা হইলে বালক
জন্য বিদ্যা শিক্ষার আবশ্যক
করিয়া হঠাৎ তাহা হইতে বঞ্চিত ক
হেন ? যদি পল্লীগ্রামের বিদ্যালয় স
উন্নতি ও দরিদ্র বালকদিগকে অধিক
দেওয়া শিক্ষাসংক্রান্ত কর্তৃপক্ষের
হয়, বর্তমান চারি বৎসরের বৃত্তিব
উঠাই দিয়া অন্ততঃ আর দুইবৎসর
দেওয়া উচিত। তৎপরে তাহারা
যথোচিত শিক্ষা নৈপুণ্য প্রদর্শন ক
পারে, তাহা হইলে যত দিন তাহারা
শিকা শ্রেণিতে না যায় তত দিন বি
পাঠ করিবার অনুমতি দেওয়া
। এ কথাও তাহাদিগকে কহিয়া
আবশ্যক যে সাত বৎসরের পর
যদি পরীক্ষায় উত্তীর্ণ হইতে না
ছাত্রবৃত্তি পাইবে না।

রা বিলক্ষণ বলিতে পারি এই
বৎসরের মধ্যে সকলেই উচ্চতম
ত যাইবার যোগ্যতা লাভ করিতে
। এইরূপ নিয়ম করিলে উড্রো সা
অভীষ্ট সিদ্ধ হইবে সন্দেহ নাই।
বাহুল্য রূপে মফস্বলে লেখাপড়ার
র সে বিষয়ে উড্রো সাহেবের অ
কেহই অধিকতর যত্নবান নহেন,
লিখিত দোষ বশতঃ তিনি সম্পূর্ণ
হইতে পারিতেছেন না এই
কেবল উপন্যাস প্রসিদ্ধ টাণ্টাল
কল ও নির্মল জল লাভের
লাভ বালকদিগের বিড়ম্বনা
হইয়াছে।

লেগু সাহেব ও তাঁহাকে অভিনন্দন পত্র দান।

বণিক সম্প্রদায় ও লাণ্ডহোল্ডর্স সভা লেগু সাহেবকে অভিনন্দন পত্র দিবার জন্য কলিকাতার সরিফকে টৌনহালে এক সভা করিবার অনুরোধ করিয়াছেন। ভারতবর্ষীয় সভাকেও তাঁহাদিগের সহকারী হইতে বলেন, কিন্তু এই সভা তদ্বিষয়ে অসম্মত হইয়াছেন। লেগু সাহেবের পদত্যাগ ভারতবর্ষের দুর্ভাগ্যের বিষয় বলিতে হইবে, অতএব ভারতবর্ষীয় সভা বণিক সম্প্রদায়ের সহিত মিলিত হইয়া যে তাঁহাকে অভিনন্দন পত্র দানে উন্মুখ হইলেন না, তন্নিমিত্ত অনেকেই আপাততঃ তাঁহাদিগের প্রতি অকৃতজ্ঞতা দোষের আরোপ করিবেন সন্দেহ নাই। কিন্তু যদি তাঁহারা অনুধাবন করিয়া দেখেন, উক্ত সভা সৎবিবেচনারই কার্য্য করিয়াছেন। লেগুসাহেবকে অভিনন্দন পত্র দান, আর ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট ও সর চারলস উডের কার্য্যের প্রতিবাদ করা সমান। ব্যক্তি অথবা সম্প্রদায় বিশেষ স্বার্থান্ধ হইয়া যা বলুন না কেন, সর চারলস উডের কার্য্য এত অন্যায় হয় নাই যে এ দেশীয়েরা তাঁহার প্রত্যর্থিকে প্রশংসা ও তাঁহার কার্য্যের প্রতিবাদ করিয়া শুচি হইতে পারেন। তিনি লেগু সাহেবের ভ্রম প্রদর্শন করিয়া কর্ত্তব্য কর্ম্মই করিয়াছেন। ভ্রম সংশোধিত হইয়া প্রকৃত আয় ব্যয় স্থির না হইলে শ্রেয়োলাভ সম্ভাবনা নাই। ভ্রমাত্মক আয় ব্যয় গণনার উপর নির্ভর করিয়া ব্যয়াদি কার্য্য সম্পাদিত হইলে পরিণামে দারুণ কল উৎপন্ন হওয়া অসম্ভাবিত নহে। তবে তাঁহার এই দোষ হইয়াছে যে তিনি লেগু সাহেবের প্রতি অনাবশ্যক রুক্ষ ও কর্কশবাক্য প্রয়োগ করিয়াছেন। কিন্তু এ অপরাধে তিনি অত্যাচারকারী ও ভারতবর্ষের শত্রু বলিয়া পরিগণিত ও নিন্দিত হইতে পারেন না।

লেগু সাহেবের কৃত আয় ব্যয় স
ক্রান্ত হিসাব, সর চারলস উডের অভিযোগ
পত্র ও মহাসভায় বক্তৃতা ও লেগু সাহে
বের আত্মপক্ষ সমর্থন, এ সমুদায় সর্ব্ব
সাধারণের গোচর হইয়াছে। অপক্ষপাতী
নিঃস্বার্থ ব্যক্তিরা এ বিষয়ে কি অভিপ্রায়
প্রকাশ করিয়াছেন? লেগু সাহেবের যে ভ্রম
হইয়াছে, স্থিরচিত্ত কোন ব্যক্তি না স্বীকা
র করিবেন ? রেইলওয়ে ঘটিত ইংলণ্ডী
মিলিত ও এদেশীয় টাকার হিসাবের এব
চীন দেশীয় যুদ্ধের টাকার হিসাব লইয়া
বিবাদ হইতেছে। লেগু সাহেব সম্প্রতি
আত্মপক্ষ রক্ষার্থ যে প্রেরিত প্রস্তাবটী টা
ইমস পত্রে প্রকাশ করিয়াছেন, তাহাতে
লিখিত হইয়াছে প্রতিবৎসর গড়ে ৬ কো
টি টাকা রেইলওয়ের জন্য ব্যয় হইয়া
থাকে। সেই ব্যয় মূলধন হইতে হইবার
কথা, রাজস্ব হইতে হইবার কথা নাই
যখন এরূপ হইল, তখন ৬ কোটি টাকা
রেলওয়ের বাস্তবিক ব্যয় বলিয়া ধরিয়া
লইতে হইবে, তাহার মধ্য হইতে ৫০ লক্ষ
টাকা রাজস্ব ক্ষতি বলিয়া গণনা করা সঙ্গত
হইতে পারে না। কেবল নিয়ম ধরিয়া
বিবেচনা করিলে লেগু সাহেবের কথা
অখণ্ডনীয় বলিয়া বোধ হয় বটে, কিন্তু ব
স্তে তাহা কোথায় হইতেছে ? সর চারলস
উড প্রতি টাকায় দুইপেনি ক্ষতি স্বীকার
করিয়া রেইলওয়ের জন্য টাকা কর্জ ক
রেন। সে টাকা কিছু নগদ ভারতবর্ষে প্রে
রণ করা হয় না। তাহা ইংলণ্ডের ব্যয়ের
জন্য রাখিয়া সর চারলস উড ভারত
বর্ষে উহার বিল প্রেরণ করেন। সেই
টাকা সাধারণ রাজস্ব হইতে দেওয়া হয়।
এক্ষণে তিনি সাড়ে পাঁচকোটি টাকা কর্জ
ছয় কোটি টাকার রসিদ দিতেছেন, আমাদি
গকে সম্পূর্ণ ছয় কোটি টাকা দিতে হইতে
ছে, তাহার সুদের ত কথাই নাই, অবশিষ্ট
অবশিষ্ট অর্দ্ধকোটি রাজস্ব হইতে না হইয়া
আর কোথা হইতে দিবার সম্ভাবনা?

মি আয়ের ... হইয়েছে। ... শিলিং ... থা দুই শিলিং দুই পেনি বিনিময়ের হার হয়, তাহা হইলে ভবিষ্যতে আমাদিগের লাভ হইবে। এ স্থলে আমাদিগের বক্তব্য এই, আয় ব্যয় সম্বন্ধে ভবিষ্যৎ ধরিয়া কার্য্য করা বিধেয় হয় না। ভবিষ্যতের উপরে নির্ভর করিয়াই ইদানীন্তন সভ্য গবর্ণমেণ্ট মাত্রেই ... হইয়াছেন। ভবিষ্যৎ গণনা করিয়া ... যদি সঙ্গত হয়, তাহা হইলে রেইলওয়েরই সুদের অর্থে একাল পর্য্যন্ত যত ব্যয় হইয়াছে, তাহা জমা টাকার মধ্যে পরিগণিত না করা হয় কেন? রেইলওয়ে সম্পূর্ণ হইলে তিন চারি কোম্পানি ক্রমশঃ অংশীদিগের সুদের টাকা প্রত্যর্পণ করিবেন। এরূপে কার্য্য করা ভ্রান্তিদোষ দ্বারা অদূষিত নহে। সর ওয়াল পোল হইতেই প্রথমে এই ভ্রান্তির সৃষ্টি হয়। ফলত লেঙ সাহেব ও তাঁহার অন্য সহকারীরা যে রূপ বলুন না কেন, রেইলওয়ের বিনিময় ঘটিত অত্রত্য গবর্ণমেণ্টের ক্ষতি হইতেছে সন্দেহ নাই। তাঁহার কেবল তর্ক শক্তি প্রদর্শন করা হইতেছে, কিন্তু সে তর্কে গুরুতা ও সারবত্তা নাই। এরূপে আপনার পক্ষ রক্ষার চেষ্টা না করিয়া তিনি যদি স্পষ্টাক্ষরে সাহস পূর্ব্বক বলিতেন যে ... এ প্রকার ক্ষতি সহ্য করিবেন ... দরে প্রতি টাকায় দুই সিলিঙ ...বেন, তাহা হইলে তাঁহার যথার্থ ...দর্শীর কার্য্য করা হইত। বিনিময়ে ক্ষতি হয় না বলিয়া হিসাবের মারিপেঁচ দেখাইয়া কেবল তর্কশাস্ত্রের আস্ফালন মাত্র।

চীনদেশের যুদ্ধ কালে অত্রত্য গবর্ণমেণ্ট সৈন্যাদির ব্যয়ার্থ ইংলণ্ডীয় গবর্ণমেণ্টকে ঋণ স্বরূপ যে টাকা দেন ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট তাহা পরিশোধ করিয়াছেন। লেঙ সাহেব সেই টাকা আয় মধ্যে গণনা করেন। সর চারলস উড ইহার প্রতিবাদ করিয়াছেন। আয় শব্দের প্রকৃত অর্থ ... করিলে ইহা প্রকৃত আয় বলিয়া পরিগণিত হইতে পারে না। ইহা ঋণ পরিশোধ মাত্র। তবে এ বৎসর এই অর্থের আগম হইল, বলিয়া ইহাকে যদি আয় মধ্যে গণনা করা হইয়া থাকে, তাহাতে কিছু বিশেষ ক্ষতি হইতেছে না। ইহা আয় বলিয়াই হউক, অথবা কর্জ আদায় বলিয়াই হউক, এ উভয়ের অন্যতর যা বলিয়া পরিগণিত হউক, তাহাতে ইষ্টানিষ্ট নাই, তাহা গণনার রীতিভেদ মাত্র।

ব্যয় বাদে টাকা উদ্বৃত্ত হইয়াছে একথা লেঙ সাহেব বারবার কহিতেছেন। তিনি স্ব বাক্য সপ্রমাণ করিবার নিমিত্ত জমা টাকা (ক্যাসবালান্স) প্রদর্শন করিতেছেন। কিন্তু সর চারলস উড কহিতেছেন লুঠ প্রাপ্ত টাকা ও নানা প্রকার কণ্ডের টাকা একত্র জমা হওয়াতেই জমা টাকার বৃদ্ধি হইয়াছে। ধনাগারে অধিক টাকা থাকিলেই যে আয়, ব্যয় অপেক্ষা অধিক হইল একথা স্বীকার করা যাইতে পারে না। কি লেঙ সাহেব কি সর চারলস উড কেহই উল্লিখিত জমা টাকার সবিস্তর বৃত্তান্ত প্রকাশ করেন নাই। এক্ষণে ধনাগারে ১৯ কোটি টাকা জমা দৃষ্ট হইতেছে। অতএব এ বিষয়ে সর চারলস উডের প্রতিবাদ করিয়া লেঙ সাহেবের উল্লিখিত জমা টাকার কারণ নির্দ্দেশ করা আবশ্যক।

আমরা পূর্ব্বেও কহিয়াছিলাম পুনরায়ও কহিতেছি, লেঙ সাহেবের ভ্রম হইয়াছে সন্দেহ নাই। কিন্তু তা বলিয়া তিনি উপেক্ষার যোগ্য নহেন। ভ্রমশূন্য লোক কোথায়? তিনি ভারতবর্ষের এক জন যথার্থ হিতৈষী ছিলেন। কণ্ট্রাক্ট বিল প্রভৃতি দুই একটী বিষয়ে তিনি নীলকর প্রভৃতির সহায়তা করেন বটে, কিন্তু যাহাতে ইংলণ্ডের ব্যয় সংক্ষেপ, বিদ্যাশিক্ষার উন্নতি ও অন্য অন্য প্রকারে এ দেশের শ্রীবৃদ্ধি হয়, ইহা তাঁহার আন্তরিক ইচ্ছা ছিল। এদেশীয় ও ইউরোপীয়দিগের ... বিষয়ে তিনি ... কার্য্য করিয়াছেন। তাঁহার একটী ... তিনি উইলসন সাহেবের ... নহেন। তিনি বিজ্ঞ লোকের পরামর্শ গ্রহণ করিয়া কার্য্য করেন। এ ... কই এক্ষণে আবশ্যক। ফলতঃ তাঁহার ... আমাদিগের দুঃখের ... হে সন্দেহ নাই। তবে তাঁহাকে ... পত্র দিয়া সর চারলস উডের ... করাও আমাদিগের অভিমত নহে।

পবলিক ওয়ার্ক ডিপার্টমেণ্ট।

ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট এবৎসরের পবলিক ওয়ার্কে ব্যয়ের হিসাব প্রকাশ করিয়াছেন। প্রথমে ৩৬৭।। লক্ষ টাকার কর্দ্দ হয়, কিন্তু আর ২০।। লক্ষ টাকা বিদ্ধি সর্ব্বশুদ্ধ ৩৮৮ লক্ষ টাকা ব্যয় ... কমটাক্সের অংশ ... এক টাকা ... ধরা হয় নাই, তাহা ধরিলে ... লক্ষ অধিক হয়। যে স্থানে ও যে যত টাকা দেওয়া হইয়াছে, তাহা লিখিত হইল।

	ল...
মান্দ্রাজ	...
বোম্বাই	৫২
বঙ্গদেশ	৫২।৵
উত্তর পশ্চিম	৬০।।
পঞ্জাব	৫১
অযোধ্যা	১৭
মধ্য ভারতবর্ষ	১৭।।
হায়দরাবাদ	৬৮
ব্রহ্মদেশ	১৫৮
সিঙ্গাপুর প্রভৃতি	৪
অন্য অন্য	২৮
রেইলওয়ে	১৩।
ইলেকট্রিক টেলিগ্রাফ	৭৮
পোষ্ট আফিস	১
জমা	১০।
মোট টাকা	৩৮৮ লক্ষ

ইহার মধ্যে সেনাবসের ... ৬৬,০ ৯,১১১ টাকা, কৃষির উন্নতি নিমিত্ত (খাল খনন প্রভৃতির জন্য) ... টাকা এবং রাস্তাঘাট ... জন্য ১,০১,৫৭,৮০০ টাকা ... হইয়াছে। বাকী টাকা রাজপথ ... ব্যয়িত ...।

গবর্ণমেণ্টের যে সমস্ত আয় ব্যয় হিসাব প্রকাশিত হইয়া থাকে, তদ্দর্শনে আয়ের বিষয়ে বঙ্গদেশেরই অধিক টাকা দেখা যায়, কিন্তু ব্যয়ের বেলা সে রূপ নয়। উপরের হিসাব দর্শন করিলেই সকলের তাহা সুস্পষ্ট হৃদয়ঙ্গম হইবে। এক্ষণে গড়ে প্রতি বৎসর রেলওয়ে প্রভৃতিতে ১২ কোটি টাকা ব্যয় হইতেছে। ইহার মধ্যে প্রায় ... কে ... সাধারণ রাজস্ব হইতে দেওয়া ... ।

... বীর মধ্যে কোন গবর্ণমেণ্ট এত এ বিষয়ে ব্যয় ... তে পারেন কিন্তু ইহার অনুব... ফল লাভ অনেক দূরে আছে। কি পরিমাণে ল ভোগে আমরা সমর্থ হইব, তদ্বি রনিশ্চয় ও নিঃসন্দিগ্ধ হইতে পারি তে. না। রাজপথ প্রভৃতি প্রস্তুত হইলে দেশে সর্ববিশেষ উন্নতি হইবে, এই মধুর ধ্বনি কেবল অমৃতবর্ষির ন্যায় কর্ণের আনন্দ উৎপাদন করিতেছে। এই সকল বিষয়ে রাজকোষ হইতে যে পরিমাণে ব্যয় হইতেছে, আমরা যে তদ্রূপ ফলভোগী হইব, তাহারও সম্ভাবনা দেখা যাইতেছে না। ইহার অধিকাংশই ... ও কণ্ট্রাক্টদারের উদরসাৎ হইতেছে। এদেশে যে কণ্ট্রাক্ট প্রথা হইয়াছে, আমরা স্পষ্ট করে কহিতে পারি, তাহাতে লাভ হওয়া দূরে থাকুক, একটী কার্য্যও সুচারু রূপে সম্পন্ন হয় না। কণ্ট্রাক্ট দিবার অর্থই এই "তোমরা আপনারা অধিকাংশ লও, আর কিঞ্চিৎ ... ব্যয় কর।" যেখানে যেখানে কণ্ট্রাক্ট সেই খানেই প্রায় দেখিতে পাওয়া যায়, উপ মহল প্রসিদ্ধ" চুরী আর চোরের লক্ষণ ও গুড় বিক্রয়ের কাজ ঘটিয়া উঠে। যাঁহার হাত দিয়া কণ্ট্রাক্ট বাহির হয় তিনি ... নে করেন, তাঁহার জিত হইল, কণ্ট্রাক্টদারেরও জিত আছেই। কণ্ট্রাক্টদার কাজ ... মাপ দিয়া টাকা কড়ি লইয়া বিদায় হইয়া না হইতে সেই কাজের মেরামত করাইবার নিমিত্ত আবার কণ্ট্রাক্টদার অন্বেষণ করিতে হয়। যাঁহার হাত দিয়া এই রূপে কাজ হয়, তাঁহারও ক্ষতি নাই, কণ্ট্রাক্টদারেরও ক্ষতি নাই, ক্ষতি কেবল গবর্ণমেণ্টের। গবর্ণমেণ্টের ক্ষতি হইলেই আমাদিগের ক্ষতি। এই রূপে যে অকারণ ক্ষতি কর হইতেছে, তাহার দায়ী ... প্রায়ই শুনিতে পাওয়া যায়, অনেক ওবরসিয়ার দিনা মী করিয়া কণ্ট্রাক্ট লইয়া থাকেন। এই সকল কারণে আমরা জিদ করিয়া অনুরোধ করিতেছি গবর্ণমেণ্ট এক কমিসন নিযুক্ত করিয়া পবলিক ওয়ার্কের ব্যয় এবং ওবরসিয়ার ও ইঞ্জিনিয়রদিগের কার্য্য প্রণালীর পরীক্ষা করুন। গবর্ণমেণ্ট আর কত কাল আমাদিগের শোণিত দিয়া ঐ সকল ধূর্ত্তকে পরিবর্দ্ধিত করিবেন।

—•—

অনুৎসাহ দিয়া চড়ক উঠাইয়া

দিবার আজ্ঞা

সর চারলস উড এই আজ্ঞা করিয়া পাঠাইয়াছেন যে, ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট কর্ম্মচারিদিগকে কহিয়া দেন, তাঁহারা অনুৎসাহ দিয়া চড়ক উঠাইয়া দিবার চেষ্টা পান, কিন্তু কোন রূপে যেন এদেশীয়দিগের ধর্ম্মে হস্ত ক্ষেপ না করেন। সর চারলস উডের এবার একটী যথার্থ রাজনীতিজ্ঞের কার্য্য করা হইয়াছে। প্রজার সুখ দুঃখ সন্ধানে উদাসীন হইয়া কেবল আপনার সুখ স্বচ্ছন্দের উপায় অন্বেষণ করিয়া কালাতিপাত করা রাজার অথবা রাজপ্রতিনিধি প্রধান পুরুষের কর্ত্তব্য কর্ম্ম নয়। প্রজার কোন কোন অংশে কষ্ট আছে, আর সেই সেই কষ্টের মূল কারণই বা কি, পুঙ্খানুপুঙ্খরূপে তাহার সূক্ষ্ম অনুসন্ধান করিয়া ... করণ চেষ্টা করা অবশ্য কর্ত্তব্য। ... চেষ্টা করিতে গিয়া ... কে ... রতর ক্লেশসাগরে নিপাতিত ... হয় না। অনুরোধ ... অথবা রাজপ্রতিনিধি ... আপাত কারণ হইয়া থাকেন। ... কারের বিরোধী হইয়া ... করিতে গেলে তাহাতে ... ইষ্ট লাভ সম্ভাবনা থাকিলেও ... এইরূপ ঘটনা হয়।

এ দেশে যত প্রকার কদর্য্য ব্যবহার প্রচলিত আছে, চড়ক তাহার মধ্যে একটী প্রধান। অনুধাবন করিয়া দেখিলে সকল বিষয়েরই প্রায় আংশিক দোষ ও আংশিক গুণ দেখিতে পাওয়া যায়, কিন্তু আমরা বিস্তর ভাবিয়া দেখিলাম, দুর্ভাগ্য ক্রমে চড়কের এক অংশেও একটী গুণ দেখিতে পাইলাম না। নৃত্য, গীত, বাদ্য প্রভৃতি ইহার অঙ্গ প্রত্যঙ্গ সমুদায়ই অপকৃষ্ট ... বাদ্য এমনি মধুর যে কিঞ্চিৎ অধিক কাল শ্রবণ করিলে কর্ণ বধির হইয়া যায়, ... হাকে প্রকৃতিস্থ করিবার নিমিত্ত চিকিৎসা করিবার প্রয়োজন হইয়া উঠে। নৃত্য ... খিলে কেবল যে ঘৃণা জন্মে এরূপ ... উহা অশ্লীলতা দোষ দ্বারা একান্ত দূষিত ... উহা কোন ক্রমে কাহারও বি... দের দর্শনযোগ্য নহে। গীত, ... দোর অনুরূপ। এতদ্ভিন্ন, বাণফোঁড় ... ক করা ও ঝাপ খাওয়া প্রভৃতি কতকগুলি নৃশংস ও বীভৎস কাণ্ড আছে।

ফলতঃ এ উৎসবটী অসভ্য কালোচিত। আমাদিগের দেশের মূর্খ নীচ লোকেরা ইহার ব্রতী। ইহা যে ইদানীন্তন কালে অধিকতর অনর্থের নিদান হইবে, এ কথা বলা বাহুল্য। ইহা যত শীঘ্র এ দেশ হইতে অন্তর্হিত হয়, ততই সকলের মঙ্গল। এই অসভ্য নিষ্ঠুর ব্যবহারের উচ্ছেদ ...

[illegible] চারলস উডের যে [illegible] আসিয়াছে, তাহাতে আমরা [illegible] আসিত হইয়াছি, তেমনি তিনি বল [illegible] ব্যক্তিরেকে বহু উপায় দ্বারা তদ্র [illegible] অনুরোধ করিয়াছেন ব । তজ্জন্য সন্তুষ্ট হইতেছি । এ দে [illegible] দিগের অশিক্ষা ও অজ্ঞতে রাজপুরু [illegible] । এ দেশের অতি জঘন্য আচার ব্যব [illegible] সংক্ষেপ করিয়া প্রজার বিশেষ [illegible] কোন ক্রমেই আমাদিগের [illegible] নহে । প্রজার সম্মতি লইয়া যা [illegible] করিতে পারেন করুন তাহাতে আপ [illegible] নাই ।

[illegible] চারলস উড যে উপায় অবলম্বন [illegible] উল্লিখিত জঘন্য প্রথার উন্মূলন [illegible] অনুরোধ করিয়াছেন, তাহাতে [illegible] সম্ভাবনা আছে কি না, [illegible] বিবেচনা করা যাইতে [illegible] । সর চারলস উড অনুসারে [illegible] নিবারণে চেষ্টা করিতে কহিতেছেন, [illegible] অনুসারে দেওয়া কিরূপ । যে [illegible] ব্যক্তির অধ্যক্ষতার উচ্চ হইয়া [illegible] তাঁহাদিগের অগ্রে [illegible] শিক্ষা [illegible] করিয়া [illegible] সকলকে নিযুক্ত [illegible] চেষ্টা পাওয়া কি সেই অনুসারে [illegible] কুসংস্কার কণ্টকে [illegible] রহিয়াছে, তাহাতে [illegible] সম্ভাবনা কি ? [illegible] কাহার উপদেশ গ্রহণ [illegible] ক্ষমতা আছে, সেই উপা [illegible] চেষ্টা [illegible] । [illegible] বিজ্ঞাপি [illegible]

[illegible]

[illegible] দূর করিবার আর কার [illegible]

[illegible] আমাদিগের আন্তরিক [illegible] সর চারলস উড [illegible] অবলম্বন করুন, থাকুক, [illegible]

[illegible] । [illegible] সাহেব এ বৎসর শিক্ষা কার্য্যের অধিক ১৯ লক্ষ টাকা দিবার অনুমতি করিয়াছিলেন, তিনি (সর চারলস উড) তাহা বন্ধ করিয়া দিয়াছেন । অন্য ব্যয় বন্ধ ও সংক্ষেপ করিয়াও এ ব্যয় দেওয়া উচিত । এক বিদ্যা প্রভাবে ভারতবর্ষের দিন দিন যে কিরূপ দ্রুত পরিবর্ত্ত হইতেছে, সর চারলস উড এখানে অবস্থিতি করিয়া যদি অনুভব করিতে পারিতেন, কখনই এ ব্যয় বন্ধ করিতেন না । অধিক দিনের কথায় কাজ নাই, তিনি ১৮৫৪ [illegible] শিক্ষা সংক্রান্ত যে চিঠি পাঠান, তাহার পরের পরিবর্ত্ত দর্শন করিলেই তাঁহাকে বিস্ময়াপন্ন হইতে হইবে সন্দেহ নাই । তথাপি ইহার মধ্যে [illegible] একটি মহান বিঘ্ন হইয়া দিতেছে ।

পুস্তক প্রাপ্তি ।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি, নিম্ন লিখিত পুস্তক গুলি আমাদিগের হস্তগত হইয়াছে ।

প্রথম [illegible] গবর্ণমেন্ট বঙ্গবিদ্যালয়ের সংস্কৃত শিক্ষক শ্রীযুক্ত হরচন্দ্র সেন গুপ্ত প্রণীত সংস্কৃত ব্যাকরণ [illegible] । ইহাতে ব্যাকরণের স্থূল স্থূল কয়েকটি বিষয় সংগৃহীত হইয়াছে ।

দ্বিতীয়, শিশুপদেশ । ঢাকাজেলার অন্তর্গত পাচদোনা নিবাসী শ্রীযুক্ত হরচন্দ্র সেন ইহার প্রণেতা ।

তৃতীয়, ঢাকানিবাসী শ্রীযুক্ত বাবু [illegible] মিত্র রচিত হাস্য রসতরঙ্গিণী । ইহা পদ্যগ্রন্থ ।

চতুর্থ, ঢাকাজিলার অন্তর্গত পাচদোনা নিবাসী শ্রীযুক্ত গিরিশচন্দ্র সেন প্রণীত বনিতা বিনোদ ।

পঞ্চম, [illegible] ইহাও শ্রীযুক্ত বাবু হরিশ্চন্দ্র মিত্র প্রণীত । ইহা [illegible] হইয়াছে । ইহার [illegible] পাঠকগণ ইহার গুণ বুঝিতে পারিয়াছেন [illegible]

[illegible] । [illegible]

[illegible] উপাখ্যান [illegible] । শ্রীযুক্ত বাবু দ্বারকানাথ [illegible] ।

প্রার্থনা বিষয়ক প্রবন্ধ ।

শ্রীযুক্ত বাবু কানাইলাল [illegible] প্রবন্ধটী ব্রাহ্ম সমাজে পাঠ করেন [illegible] দীর্ঘ বলিয়া এক কালে [illegible] হইয়া ক্রমশঃ প্রকাশিত [illegible] ।

আমাদিগের নিকট [illegible] নাই । তিনি আমাদিগের [illegible] তিনি আমাদিগের [illegible] সকল কালের হিতার্থী [illegible] তিনি আমাদিগের [illegible] কেছেন । প্রার্থনার পূর্ব্বে তিনি আমাদিগের অভাব নিবারণীর উপায় [illegible] । [illegible] তিনি আমাদিগের [illegible] নিয়ম স্থির করিয়াছেন । [illegible] সেই সকল নিয়ম [illegible] করিলে আমরা আমাদিগের [illegible] সম্পাদন করিতে পারি । তবে কেন আমরা তাঁহার নিকট প্রার্থনা করি ? তাঁহার নিকট প্রার্থনা না করিলে কি আমরা [illegible] সাধন করিতে পারি না ? [illegible] যে, যে [illegible] সেই সেই উপায়াবলম্বন [illegible] তাঁহার নিকটে প্রার্থনা [illegible] প্রার্থনা না করিলে [illegible] হইতে পারে ? [illegible] জিজ্ঞাসা করি [illegible] প্রার্থনা [illegible] ? [illegible] প্রতি [illegible] করিয়া [illegible] নিয়ম [illegible] বিজ্ঞাপক [illegible] প্রার্থনা [illegible] সকল নিয়ম সংস্থাপন ক- [illegible] প্রার্থনা তাহাদিগের অন্তর্গত [illegible]

হইলেই যথেষ্ট। মাতার্থ উদর প্রবেশ করা যেরূপ উদরস্থিতির নিয়ম, পাপক্ষোভ হইতে মুক্তি লাভার্থে প্রার্থনা করা সেইরূপ আত্মার নিয়ম। প্রার্থনা [illegible] ইহা প্রীতিবৃত্তির অন্তর্গত. প্রার্থনা ব্যতীত ধর্ম্মোপার্জ্জন হয় না; প্রার্থনা ব্যতীত সেই [illegible] হয় না; প্রার্থনা শূন্য উপাসনা উপাসনাই নহে।

ঈশ্বরের করুণা, প্রেম, জ্ঞান, কৌশল মহিমা ইত্যাদি বিষয়ে মন সমাধান করিলে কিয়ৎ পরিমাণে প্রীতিবৃত্তি উত্তেজিত হয় বটে, কিন্তু প্রার্থনা ব্যতীত তাহা স্ফূর্ত্তি পায় না। কোন শ্যামল দূর্ব্বাদলাচ্ছাদিত প্রশস্ত ক্ষেত্রোপরি দৃষ্টিপাত করিলে, নানাবিধ সুগন্ধ পুষ্পময় বৃক্ষ দ্বারা সুসজ্জিত কানন মধ্যে ভ্রমণ করিলে, অত্যুচ্চ পর্ব্বতশৃঙ্গোপরি দণ্ডায়মান হইয়া চতুর্দ্দিকে নেত্রপাত করিলে, কোন উচ্চ শিখর হইতে জল প্রপাত নিরীক্ষণ করিলে, ময়ূর পুচ্ছের নানা বর্ণে রঞ্জিত ও নানা প্রকারে গঠিত পক্ষাদির অপূর্ব্ব অবলোকন করিলে, অথবা নক্ষত্র বেষ্টিত সূর্য্য ও চন্দ্রমণ্ডলের গতি বিধি বিষয়ে চিন্তা করিলে ও জীবদেহের আশ্চর্য্য পারিপাট্যের কথা [illegible] করিলে, [illegible] সমাজে সময়ে সময়ে এক এক অদ্ভুত ঘটনা পর্য্যালোচনা করিলে ধর্ম্ম তত্ত্বানুসন্ধায়ী কোন্ ব্যক্তি সেই জগতের করুণা, জ্ঞান, কৌশল মহিমা ও প্রেমের ভূরি ভূরি পরিচয় প্রাপ্ত হইয়া ভক্তিরসার্দ্র না হন? ভক্তিরসার্দ্র হইয়া তখন সেই ব্যক্তির মনে কি প্রকার ভাব উদয় হয়? তাঁহার [illegible] পিতার আবির্ভাব আপন অন্তরে অনুভব করিয়া, তাঁহাকে ধন্যবাদ প্রদান করিতে ও তাঁহার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতে কি সেই ব্যক্তির স্বভাবতই ইচ্ছা হয় না? সে ইচ্ছা অবরোধ করিলে কি তাহার প্রেমবৃত্তি স্ফূর্ত্তিমতী হয়? কোন দরিদ্র দশান্বিত ক্ষুধার্ত্ত ব্যক্তি আমাদিগের নয়ন পথে পতিত হইলে আমাদিগের অন্তরে দয়ার উদয় হয়, কিন্তু আমরা যদি তাহাকে অন্ন প্রদান না করি, তাহা হইলে কি আমাদিগের দয়াবৃত্তি বলপ্রাপ্ত হয়? না ক্রমে হীনা হইয়া [illegible]? সেইরূপ পরমার্থ বিষয়ে চিন্তাদি দ্বারা [illegible] উদয় হইলে, প্রার্থনা না করিলে তাহা [illegible] হীন হইয়া যায়। প্রার্থনা ব্যতীত ভক্তিও [illegible] অন্তঃকরণমধ্যে উদয় হইয়া মনেতেই [illegible] অমোঘ [illegible] সুখ [illegible] যেমন [illegible] সেইরূপ পরমেশ্বরের সাক্ষাৎকার [illegible] নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা, [illegible] তাঁহার নিকট অন্তরের কথা ব্যক্ত করা ইত্যাদি ভক্তি ও প্রেমের কার্য্য। আমরা যাঁর সম্মুখে উপস্থিত হইলে তাঁহার [illegible] করিয়া থাকি। যেমন আমাদিগের [illegible] ভক্তি [illegible] করিতে পারি, সেই রূপ বিশেষ [illegible] দ্বারা জগৎপিতার সাক্ষাৎকার লাভ করিয়া তাঁহার নিকট প্রার্থনা করিলে আমরা আমাদিগের ভক্তি ও প্রেমবৃত্তি চরিতার্থ করিতে সমর্থ হই। শ্রবণ ও মনন দ্বারা আমাদিগের মনে ঈশ্বরের জ্ঞান, করুণা প্রেমাদির ভাব উদিত হয়, প্রার্থনা দ্বারা আমরা আমাদিগের মনোমধ্যে তৎকালীন উদিত ভাব তাঁহার নিকট প্রকাশ করি, প্রার্থনা দ্বারা আমরা অন্তরে অন্তরে তাঁহার সহিত বাক্যালাপ করি, তাঁহার সহিত [illegible]লাপ করি এবং তজ্জনিত বিমলানন্দ ভোগ করি ও ধর্ম্ম বল উপার্জ্জন করি।

যাঁহারা স্বীকার পান যে জগদীশ্বর আমাদিগের অন্তরে ভক্তি ও প্রেমবৃত্তি রোপিত করিয়াছেন, অথচ বলেন যে কেবল উপকারক কার্য্য নিষ্পাদন করিলে, পরহিত সাধনে রত থাকিলে ধার্ম্মিকের ন্যায় কার্য্য করা হয়, আমি তাঁহাদিগকে জিজ্ঞাসা করি যে ঈশ্বর যখন ভিন্ন ভিন্ন কার্য্য সাধনোদ্দেশে আমাদিগের অন্তরে স্বতন্ত্র স্বতন্ত্র বৃত্তি প্রদান করিয়াছেন, তখন সকল না হউক অন্ততঃ প্রধান প্রধান কতিপয় বৃত্তি চরিতার্থ হেতু যত্নযুক্ত না হইলে কিপ্রকারে আমরা ধার্ম্মিকের ন্যায় কার্য্য করিতে সক্ষম হইব? আমি স্বীকার পাই যে একবৃত্তি তেজস্বিনী হইলে তাহার বলে অপর কোন কোন বৃত্তি কিয়ৎপরিমাণে বলবতী হয়। যে ব্যক্তির দয়া অতিশয় প্রবলা, যে ব্যক্তি পর দুঃখ নিবারণার্থ আপন সুখ সম্পত্তি বিসর্জ্জন করিতেছে, পিতা মাতা [illegible] পরিত্যাগ করিয়া দূরদেশে গমন করিতেছে, পর দুঃখ নিবারণ জন্য যাহার অন্তর [illegible] করিতেছে, তাহার প্রেমবৃত্তি কিয়ৎপরিমাণে বলবতী এর সন্দেহ কি? কিন্তু ভক্তি ও প্রেম বৃত্তি [illegible] উত্তেজিত হইলে যেপ্রকার গভীর, উদার ও বিশুদ্ধ ভাব মনোমধ্যে বিরাজ করে কেবল দয়ার বলে সেরূপ ভাব কখনই উদয় হয় না। ভক্তি ও প্রেম যখন স্বতন্ত্র বৃত্তি তখন অন্য বৃত্তির বলে কিপ্রকারে তাহারা যথোচিত রূপে প্রস্ফুটিত হইতে পারে? কোন [illegible] শীল কিন্তু [illegible] বাক্যালাপ করিলে আমাদিগের [illegible] সে ব্যক্তির [illegible] বিশুদ্ধ [illegible] উপস্থিত হইলে সে ব্যক্তি তাঁহা আনন্দে পুলকিত হয় [illegible] কিন্তু রাগ অভিমানাদি [illegible] যে সামান্য ধনবিশিষ্ট ব্যক্তি [illegible] তাঁহার কৃতজ্ঞতা প্রকাশ পায়। ভক্তি ও প্রেম বৃত্তি [illegible] সাধনায় থাকিবার তাঁহার দুর্ব্বলতা [illegible] প্রাপ্ত হয়। ইহা নিরীক্ষণ আছে যে [illegible] ও রিপুকুলকে দমন করিবার জন্য ভক্তি [illegible] বিহিত বলে আমরা যেরূপ বলীয়ান হই [illegible] বলীয়ান আমরা বুদ্ধি কিংবা দয়ার বলে সেই হইতে পারি না। ধর্ম্মনীতির নিকট [illegible] শিক্ষা পাই যে রাগ দ্বেষ অভিমানাদি দমন উচিত, লোকের মঙ্গল সাধন করা কর্ত্তব্য, এই কর্ত্তব্য আমরা কি অল্প আয়াসে [illegible] করিতে সমর্থ হই। তাহা নিষ্পাদনার্থ [illegible] কি বহুল পরিমাণে ভক্তি ও প্রীতির উপর [illegible]র করি না? ভক্তি ও প্রীতির বল ব্যতীত [illegible] সাধনে লোকে কি সমর্থ হয়? কোন ব্যক্তি [illegible] সাধনে অধিকতর সমর্থ হয়? [illegible] কি প্রীতি সুধাপান কারী? [illegible] কিন্তু মুক্তদিগের প্রতি দৃষ্টিপাত করি[illegible] এ প্রশ্নের সদুত্তর প্রকাশে সক্ষম। তাঁহারা কি প্রণালী অনুসারে শিক্ষা[illegible] হেন, তাঁহাদিগের কোন্ কোন্ বৃত্তি কি কি পরিমাণে বিকশিত হইয়াছে এবং তাঁহারা [illegible] প্রকার আচরণ করিতেছেন। এসকল বিষয় [illegible] চিত্তে বিবেচনা করিলে আমি নিশ্চয় বলিতে [illegible] আপনারা মুক্তকণ্ঠে স্বীকার করিবেন [illegible] প্রীতির [illegible] সাধনে অধিকতর সমর্থ হয়। আর সকলেই জানেন যে পাপ চিন্তা [illegible] যথোচিত রূপে কর্তব্য সাধনে আমরা [illegible] রত হইয়া, পাপচিন্তা যে পরিমাণে [illegible] সেই পরিমাণে আমাদিগের দুর্ব্বলতা [illegible] থাকিবে, সেই পরিমাণে আমরা [illegible] সমর্থ হইব। [illegible]

লইবার জন্য প্রার্থীর সাহায্য গ্রহণ করুন। প্রার্থনা ব্যতীত প্রীতি যথোচিত রূপে উত্তেজিত হইবেক না।

ক্রমশঃ প্রকাশ্য।

সংবাদ।

১০ই ভাদ্র সোমবার।

প্রধানতম বিচারালয় যাবতীয় জজ, সদরআলা, সদর আমীন ও মুন্সেফদিগের নিকটে মিরণের এক হিসাব চাহিয়াছেন। মিরণে নাজিরদিগের বিলক্ষণ লাভ হয়। তাঁহাদিগের বেতন ধার্য্য করিয়া বাকী টাকার একটী ফণ্ড করিয়া মুন্সেফদিগের বেতন বৃদ্ধির উপায় করা কর্ত্তব্য।

নূতন দণ্ডবিধানের আইন প্রচলিত হওয়াতে এদেশে যে গবর্ণমেণ্ট আছেন, এত দিনের পর লোকে সেটী অনুভব করিতেছেন। ইহার এই একটি বিশেষ উপকার দেখা যাইতেছে, মিথ্যা সাক্ষীর দণ্ড আরম্ভ হইয়াছে। মাজিষ্ট্রেটেরা প্রত্যহই প্রায় পাঁচ সাত ব্যক্তিকে সেসিয়নে সমর্পণ করিতেছেন। এস্থলে তাঁহাদিগকে সাবধান করিয়া দেওয়া আবশ্যক যে তাঁহাদিগের যথানুরাগ ও অধিকতর উৎসাহ হেতু যথার্থ সাক্ষির যেন দণ্ড না হয়। মাজিষ্ট্রেটেরা উৎকোচ গ্রহণ সংক্রান্ত ধারাটি আমলাগণের উপরে খাটাইতেছেন না কেন?

প্রধানতম বিচারালয় অধীনস্থ আদালত সমূহকে শীঘ্র শীঘ্র আপীলের মকদ্দমা প্রেরণ করিতে কহিয়াছেন। আপীল শুনিবার জন্য অতিরিক্ত স্বতন্ত্র জজ নিয়োজিত হইয়াছেন। সর বার্ণেস পিকক যদি এত তাড়া তাড়ি করিতে লাগিলেন, একদিন দুই তিনপুরুষ আপীলের মকদ্দমা পড়িয়া থাকিবার যে ব্যবহার ছিল, সেটি এখন তবে কোথায় যাইবে।

মিক্রুস নামক এক জন ফিরিঙ্গি এক বিক্রীওয়ালার এক খানি কেদেরা কাড়িয়া লওয়াতে তাহার ছয় মাস মিয়াদ হইয়াছে।

মুলথিনের বণিকেরা ম্যাঞ্চেষ্টরের মজুর দিগের সহায়তার জন্য ২২১০ টাকা চাঁদা করিয়াছেন।

হিন্দুপেট্রিয়টের এক জন পত্রপ্রেরক মুখ ত্রিখালির মাজিষ্ট্রেট রেলি সাহেবের অত্যাচারের কথা লিখিয়াছেন। ইনি এক জন পরীক্ষোত্তীর্ণ সিবিলিয়ান। মুখাত্রিখালিতে উত্তম বাটী না পাইয়া এই মহানতি তত্রত্য বিদ্যালয় বাসার্থ লইবার জন্য বিশেষ চেষ্টা পান, বিদ্যালয়ের কার্য্যসম্পাদকের উপরে এক পরওয়ানাও হইয়াছিল, কেবল ইনস্পেক্টর মার্টিন সাহেবের নিমিত্ত কৃতকার্য্য হইতে পারেন নাই। নূতন সিবিলিয়ানদিগকে কি আকারে টানিতেছে.

দিল্লীগেজেট বলেন, আমীর দোস্তমহম্মদ খাঁর সেনারা হিরাটের অতিনিকটে গিয়াছে। তিনি নিজে আর্য্যাপিও করাতে আছেন, সুলতান আমদ পুনর্ব্বার সন্ধি করিবার প্রার্থনা করেন কিন্তু তাহা অগ্রাহ্য হইয়াছে। এরূপ জনশ্রুতি তিনি আমীরের হস্তে আত্মসমর্পণ করিবেন। এরিকেন্দসংবাদ আসিয়াছে পারস্যাধিপতি হিরাট আক্রমণের প্রতিবাদ করিয়াছেন।

আগরার সদর নিজামতে গ্রাণ্ট সাহেবের যে দিবস বিচার হয় সে দিবস তাঁহার উকীল ই্যাকোর্ড সাহেব উপস্থিত ছিলেন না। তাঁহার নিমিত্ত এক দিবস বিলম্ব করা হয়, তথাপি তিনি অনুপস্থিত থাকাতে বিচারপতিরা নথি দেখিয়া তাঁহার মৃত্যু দণ্ডের আজ্ঞা দিয়াছেন। ই্যাকোর্ড এপ্রকার মকদ্দমায় উকীল হইয়া কিজন্য মকদ্দমার সময়ে উপস্থিত ছিলেন না, তাহা সাধারণের জানা কর্ত্তব্য। যেমন ইচ্ছা দোষী হউক না কেন তথাপি অপরাধী ব্যক্তিকে আত্মরক্ষার যথেষ্ট সময় ও উপায় করিতে দেওয়া কর্ত্তব্য।

আলাহাবাদ গেজেট বলেন, অক্টোবর মাস অবধি কল্যাণ পুরের রেইলওয়ে আরম্ভ হইবে, তন্নিমিত্ত ২৫ লক্ষ টাকা ব্যয় হইবে।

অযোধ্যাগেজেট লাণ্ড হোল্ডার্স সভার বিষয়ে লিখিয়াছেন "আমরা এতদিন এই সভার কাল্পনিক বাক্যে মুগ্ধ হইয়াছিলাম, বার্থ ইহাদিগের কার্য্যের ও প্রতিবাদের মূল।" সম্পাদকের এই সংস্কারটি এখন থাকিয়া গেলে হয়।

হরকরা বলেন "আমরা সন্তুষ্ট হইলাম যে মিষ্টার ফিলিপ্স বলোকট্রে বিচার করিবার কল্পনা পরিত্যাগ করা হইয়াছে। তাঁহাকে কলিকাতায় বিচারার্থ আনয়ন করা হইবে।" এরূপ মুরাবাদার এক্ষণ কলিকাতায় আসিলেও আর কিছু হয় না। এখন কলিকাতার বাতাস ফিরিয়াছে।

গত সাবিত্রসরণীয় সভায় রাজা প্রতাপচন্দ্র সিংহকে বাবু রমাপ্রসাদ রায়ের পরিবর্ত্তে সেক্রেটারি করা হইয়াছে। সভাপতি কলভিন সাহেব মৃত বাবুর প্রশংসা ও তাঁহার অকাল মৃত্যুর নিমিত্ত অত্যন্ত শোক প্রকাশ করিয়াছেন।

ফিনিক্স বলেন, ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের পবলিক ওয়ার্কের সেক্রেটারি ডিপুটি সেক্রেটারির দ্বিগুণ ৩৫০০ টাকা বেতন পাইবেন।

উক্ত পত্র বলেন ইংলিসম্যান ও ফ্রেণ্ড অব ইণ্ডিয়ার বর্ত্তমান সম্পাদক পরিবর্ত্ত হইতেছে। ওয়ালটর ব্রেট সত্বরে ইংলিসম্যানের সংবাদদাতা হইবেন। মিথের সম্পাদকতায় ফ্রেণ্ড অব ইণ্ডিয়ার গ্রাহকের সংখ্যা কমিয়া যাওয়াতে তাঁহাকে ঐ পদ ত্যাগ করিতে হইতেছে। আমরা পূর্ব্বেও কহিয়াছিলাম, এখনও কহিতেছি, ওয়ালটর ব্রেট ও মিথ ভারতবর্ষ ত্যাগ না করিলে এদেশীয়দিগের সহিত ইউরোপীয়দিগের সদ্ভাব হইবে না।

১১ই ভাদ্র মঙ্গলবার।

বোম্বাইনগরে নূতন মাজব দেশীয় কাছিকেনের প্রতি ঘাজ ১৭০০০ টাকায় বিক্রীত হইতেছে।

এক জন মান্দ্রাজ টাইম্‌স পত্রে লিখিয়াছেন, দাক্ষিণাত্যে পুর্ণিয়ার টাপারা চলিতেছে। বিবেচনা পূর্ব্বক এই সংবাদে বিশ্বাস করা কর্ত্তব্য। পারীবাপ ইস্কুলবাড়ীর জন্য অস্যাপিও প্রস্তুত আছে। ইহাও নিজামের পরচুক্তির একটী উপায় নয়?

মান্দ্রাজ টাইম্‌স প্রধানতঃ উক্ত একজন পত্রপ্রেরক সেনাদের অবাধ্যতার বিষয় লিখিয়াছেন। এক জন কোয়ার্টার মাষ্টর প্রধান সেনাপতির অনুমতি গ্রহণ ব্যতিরেকে সিপাহীদিগকে পূর্ব্ববিধ টুপি ধারণ করিতে বলেন একণে সিপাহীদিগের পরিচ্ছদের মূল্য তাহাদিগের বেতন হইতে কর্ত্তন করা হইতেছে। তাহারা তন্নিমিত্ত একবাক্য হইয়া নূতন টুপি গ্রহণ করিতে অসম্মত হইল। কোয়ার্টার মাষ্টর কয়েক জনকে রুদ্ধ করাতে সমুদায় রেজিমেণ্ট অগ্রসর হইয়া রুদ্ধ হইতে চাহিল। গতবিদ্রোহ

অধিকাংশ স্থানে আফিসরদিগের দোষেই ঘটে। অতএব নূতন কোয়াটর ব্রাইরকে সা- মরিক বিচারালয়ে অনয়ন করা কর্ত্তব্য।

দিনীগেজেট বলেন লালা জ্যোতিঃ প্রসা অতিশয় পীড়িত হইয়াছেন। তিনি কাশী- তে আছেন।

উক্তপত্রের এক জন পত্র প্রেরক বলেন, ...লীতে দুই জন ইউরোপীয় সৈনিক পুরুষ এক জন সহচর ইউরোপীয় ও এক জন রজক কে বধ করাতে সামরিক বিচারালয়ে তাহা- দেগের বিচার হইতেছে। সেপ্‌টিনস্ট আক- ... কি হইল?

মান্দ্রাজের ব্যবস্থাপক সভার সভ্য মোর হেড সাহেব তত্রত্য বিচারালয়ের বিচারপ তির পদত্যাগ করিয়াছেন। মোরহেড সাহেব উপযুক্ত লোক, সর হেনরি ওয়াডের মৃত্যু হ- ইলে তিনি কয়েক মাস প্রতিনিধি শাসন কর্ত্তা ছিলেন। মান্দ্রাজের লোকেরা তাঁহার উপরে সন্তুষ্ট। বোধ হয় তিনি কর্ত্তৃপক্ষের প্রিয়পাত্র নহেন তাহা হইলে তাঁহার একটি উপযুক্ত পদ লাভ হইত।

গত শুক্রবার অবধি বোম্বাইয়ের প্রধান তম বিচারালয়ের কার্য্য আরম্ভ হইয়াছে।

ফিনিক্স শ্রবণ করিয়াছেন কলিকাতার আ... বৃহৎ পয়ঃপ্রণালী কোন কাজের হইল না। ইহার কার্য্যকর্ত্তা ক্লার্ক সাহেব ও মিউনিসিপাল্ কমিসনরেরা ইহাকে যে কেবল নিতান্ত অ- কর্ম্মণ্য জ্ঞান করিয়াছেন এরূপ নহে, ইহা দ্বা- রা নিকটবর্ত্তি বাটী সকলেরও অনিষ্ট হইবার সম্ভাবনা হইয়াছে। আমরা পূর্ব্বেই এ আশ- ঙ্কা করিয়াছিলাম। সাধারণের টাকা যে বৃথা ব্যয়িত হইল, এখন ইহার দায়ী কে?

উক্ত পত্রের ঢাকাস্থ সংবাদদাতা বলেন তত্রত্য আইকৈ মাজিষ্ট্রেট সপ্তাহে বড় অধিক তিন দিবস কাছারিতে আইসেন, এবং দুই এক ঘণ্টা থাকিয়া প্রস্থান করেন। সেরেস্তাদার সর্ব্বেসর্ব্বা হইয়াছেন। জাইণ্ট মাজিষ্ট্রেট সি ... কাছারিতে দুই এক ঘণ্টা ... পদধূলি পড়ে সেও যথেষ্ট।

ঢাকাপ্রকাশের এক জন পত্রপ্রেরক বলেন ফরিদপুরের ছোট আদালতের নূতন জজ বাবু ... নৌকা হইতে নামিবার সময়ে বস্ত গোয়ালা দধি দুগ্ধ ও ধী- বরেরা মৎস্য লইয়া এবং বেশ্যারা দণ্ডায়মান থাকিয়া মঙ্গলাচরণ করিয়াছে, পরদিবস জজে র অভিপ্রায় অনুসারে বেশ্যারা তাঁহার বাসায় যাইয়া কিছু কিছু দক্ষিণা আনিয়াছে। জজের সঙ্গে কয়েক জন গায়ক ও ভাঁড় আছে। ফরিদ পুরের জোর কপাল, তাই এমন জজটী পাইয়াছেন।

উক্ত পত্রপ্রেরক লিখিয়াছেন গোষ্ট নামক এক জন নীলকর তত্রত্য ফৌজদারির না জিরের নামে মিথ্যা নালীশ করাতে তাঁহার ২৮০ টাকা জরিমানা হইয়াছে। ইউরোপীয়ে র বেলা জরিবানা এতদ্দেশীয় হইলে মিয়াদ হইত।

১২ই ভাদ্র বুধবার।

পূর্ব্বে ঠকদিগের হস্তে পতিত হইয়া উ- ত্তর পশ্চিমাঞ্চলগামী পথিকেরা অস্ত সর্ব্বস্ব হইতেন। এক্ষণে ঐ দুরাত্মাদিগের দমন হও য়াতে উহারা আর একটী নূতন উপায় উদ্ভাবন করিয়াছে। যখন কোন মেলা বা তীর্থে যাত্রি- রা গমন করে, তৎকালে প্রায় যাবতীয় সরা- ইতে ২ ৪ জন সুন্দরী স্ত্রীলোক দেখিতে পা ওয়া যায়। তাহারা কোন টাঁ্যাক ভারি তরুণ প্রিয় যুবককে দেখিলে নানা ছলে তাহার স- হিত আলাপ ও ভাব করে। কেহ বা তীর্থে যাইতে ছিলাম হঠাৎ স্বামীর সঙ্গ হারাইয়াছি বলিয়া ছল করিয়া যুবা পথিকের সহচরী হয়। পথিমধ্যে এ কথা সে কথা হইয়া তরলেন্দ্রিয়ে রা যে তাহার প্রণয় পাশে বদ্ধ হয়, একথা বলা বাহুল্য। এইরূপে প্রেমাস্পদ হইয়া শেষে সেই পাপীয়সীরা পথিককে এরূপ দ্রব্য ভোজন করায় যে সে ভোজনান্তে ঘোরতর নিদ্রায় অভিভূত হয়, প্রাতঃকালে জাগরিত হইয়া দেখে প্রণয়িনীর সহিত ট্যাঁকের টাকা অদৃশ্য হইয়াছে। এই নূতন ধূর্ত্ততা নিবারণার্থ পুলিসের নূতন সতর্কতা আব- শ্যক।

বারাসতের অন্তঃপাতি কাঠালিয়া গ্রামে এক ব্রাহ্মণের বাটীতে একটী ডাকাইতি হই- য়া গিয়াছে। দস্যুরা বাটী মধ্যে প্রবিষ্ট হইলে গৃহ স্বামী ব্রাহ্মণ এক বিচালির গাদার মধ্যে লুকায়িত হয়। অনন্তর দস্যুরা তাঁহার স্ত্রীকে বিবস্ত্রা করিয়া দুরবস্থা করিতে উদ্যত হইল। তখন তিনি আর লুকাইয়া থাকিতে না পা- রিয়া সম্মুখবর্ত্তি এক খানি বরগা লইয়া মিক টবর্ত্তি ঘাটিয়াল পাককে প্রহারে বধ করিলেন। তাহার পর যে দুই জন তাঁহার স্ত্রীর দুরবস্থা করিতেছিল, তাহাদিগেরও প্রাণ সংহার করিলেন। সর্ব্বশুদ্ধ তিন জন হত ও চারি জন আহত হইলে দস্যুরা পলায়ন করিল। তাহা দিগের কয়েক জন ধৃত হইয়াছে। আমরা শুনিয়া আহ্লাদিত হইলাম, ব্রাহ্মণকে পুর... দেওয়া হইবে।

টাইম্‌স অব ইণ্ডিয়ার এক জন পত্র প্রে... ক বলেন, নীল গিরির চা আসামের চা অপে... ক্ষা উৎকৃষ্ট হইয়াছে।

গত ছয় মাসের মধ্যে সর্ব্বশুদ্ধ ... জন মজুর মরিসসে গমন করিয়াছে। ই... মধ্যে ৩১৩ জন গবর্ণমেণ্টের ও ... জন আপনাদিগের ব্যয়ে গমন করে। ... গের মজুরী করিবার নিয়মিত সময় উত্তী... হইলে তাহাদিগকে ভারতবর্ষে পুনঃ প্রেরণ করিবার উপায় করিবার জন্য সর চার্লস উ... ২,৫০,০০০ টাকা কোন এক ফণ্ডে জমা করি... তে কহিয়াছেন। অনেক মজুর স্বেচ্ছাপূর্ব্বক তথায় বাস করিতেছে। সেখানে শুনে ... হয় নীলকর ও চা-কর নাই।

আমাদিগের দেশে কুসংস্কারের আ... তিশয় প্রাদুর্ভাব থাকাতে যে কত অনর্থ ... টিতেছে, পুনা অবজরবরের এক জন পত্র প্রেরক তাহার একটী দৃষ্টান্ত প্রদর্শন করিয়া... ছেন। কারকী গ্রামের এক জন বিক্রেয় কারি... স্ত্রীলোককে এক দিন এক কেউটে সাপে দং... শন করে। কয়েক জন আফিসর তাহাকে ... নিক চিকিৎসালয়ে যাইতে বলেন। কিন্তু অ... অন্য সকলে তাহাকে এক গণেশের মন্দিরে যাইয়া মন্ত্র পাঠ করিতে বলিল। সে তাহা... করিল। কিন্তু ১৫ মিনিটের মধ্যে তাহা... মৃত্যু হইল। এই সকল কুসংস্কার দূর হইবা... এক মাত্র উপায় আছে—বিদ্যা।

উক্ত পত্র প্রেরক আরও বলেন, দুই ... বিশিষ্ট সর্প আছে বলিয়া যে সংস্কার আ... তাহা ... ক। তিনি নিজে পরীক্ষা করি... দেখিয়াছেন যে কিছুটি মুখের ন্যায় বোধ ...

[illegible] রাজকীয় [illegible] বিহিত [illegible]। [illegible] মুক্তিবিষয়ক সম্বন্ধে আছে কিছু দিন [illegible] [illegible]

-আর প্রধানতর বিচারালয়ের সেসিয়ন [illegible] হইতেছে। এবার অনেক বন্দী আ- [illegible]। আমরা ছিদিম নাম অপরাধির চিঠি দেখিতেছি না। বোধ হয় আগামী সে- [illegible]নে তাহার বিচার হইবে।

ঢাকা [illegible] বলেন, লেপ্টনেণ্ট গবর্ণর [illegible] যাইবার সময়ে এক রাত্রি তিন ঘটিকার [illegible] ঢাকায় নামিয়াছিলেন। তিনি তত্রত্য চি[কিৎ]সালয় ও বাহির দর্শন করিয়া [illegible] গিয়াছেন। আমরা এই পত্র পাঠে আহ্লাদিত হইলাম, বীডন সাহেব অনেক সুস্থ হইয়া[ছে]ন।

ইংলিসম্যানের লণ্ডনস্থিত সংবাদদাতা [illegible] শিল্পপ্রদর্শনী সভা ভারতবর্ষের বি- [illegible] নিম্ন লিখিত মেডাল ও প্রশংসা পত্র [illegible] হেন :—

	মেডাল	প্রশংসা পত্র,
[ব]ঙ্গদেশ	৩৬	২৭
উত্তর পশ্চিমাঞ্চল	১২	৯
[প]ঞ্জাব	৮	৫
অযোধ্যা	৩	২
[?]জাপুর	১৪	৭
[অধ]ীন প্রদেশ	৩	৬
মান্দ্রাজ	২২	১৪
[?]রল প্রদেশ	৩	২
[?]হীচর	১	২
[?]চ	১	৩
অন্য অন্য	১১	১৩
[বো]ম্বাই	১৪	৭
[মো]ট	১৩৪	৯৫

বঙ্গদেশই ভারতবর্ষের সকল স্থান অপে- [illegible] প্রধান হইয়াছেন, তথাপি, পত্রপ্রেরক [illegible] রূপ বলিয়াছেন এতদ্দেশীয় সমুদায় বস্ত [illegible] করিয়া পরীক্ষা করা হয় নাই। শিল্প প্র[দর্শ]ন সময়ে ইংলণ্ডেশ্বরী উপস্থিত ছিলেন না [illegible] বিদেশীয় রাজকুমার ও সম্ভ্রান্তলোক আ[সি]য়াছিলেন, তাঁহাদিগের আবাসস্থান নিয়ো[জি]ত করা অথবা অন্য কোন প্রকার অভ্য-[র্থনা] [illegible] রাজার [illegible] হইয়াছে। [illegible] [illegible] বলিয়া না পারেন, [illegible] রাজকুমারগণের আদর করেন নাই কেন?

১৩ই ভাদ্র বৃহস্পতিবার।

গবর্ণর জেনেরল অদ্য মুঙ্গের হইতে কলিকাতায় প্রত্যাগমন করিয়াছেন।

পূর্ববাঙ্গালার রেইলওয়ে ২৭ এ সেপ্টেম্বর মাজাখালা পর্য্যন্ত খুলিবে এবং ১লা অক্টোবর কুষ্টিয়া পর্য্যন্ত খুলিবে, কথা হইতেছে।

ফেব্রুয়ারি অবধি এপ্রেল পর্য্যন্ত ইনকম টেক্স ও ইষ্টাম্পে নিম্ন লিখিত টাকা আদায় হইয়াছে।

	টাকা	ইষ্টাম্প
ভারত গবর্ণমেণ্ট	৬,১৭	
[illegible] ঐ	৩৬৩৮৩	১৩,৩৩,২১৮
[illegible]	১০,৬৬,৫৪৮	৫,১৬,৫৩৭
পঞ্জাব	৫৮,৪৩	২৩৩,২১৮
মান্দ্রাজ	৬,৫৯,৫৬৯	৪১৩,৬৯৪
বোম্বাই	১০,৪৭,৯০৪	৪,৮৩,৯২৩
মোট টাকা	৫১,৭৫,৭৮৪	৩২,১৪,৫৫৩

একণে সর্ব্বশুদ্ধ ৩৬,৮৬,৫১০ মণ বাঙ্গে লবণ জমা হইয়াছে। ইহার মধ্যে লিবরপুল হইতে ৩১,০৫,১২৪ মণ আসিয়াছে। ফ্রান্স সিংহল দ্বীপ ও জেদ্দা প্রভৃতি স্থান হইতে বাকী লবণ আসিয়াছে। গবর্ণমেণ্ট একণে নির্ব্বিঘ্নে লবণের এক টেক্স ত্যাগ করিতে পারেন। তবে শুভকর্ম্মে বিলম্ব কেন?

লার্ড হামিলটন, মামবরি, গ্রানভিল ও সর চার্লস উড লার্ড কানিঙের একটি প্রস্তরময়ী প্রতিমূর্ত্তি করিবার উদ্দেশে এক বিজ্ঞাপন প্রকাশ করিয়া সর্ব্বসাধারণের নিকটে চাঁদা প্রার্থনা করিয়াছেন।

লক্ষ্ণৌনগরস্থ নবাব ইকবালউদ্দৌলা জাল করাতে কয়েক মাস পূর্ব্বে তাঁহার ১০,০০০ টাকা জরিমানা হয়। গবর্ণমেণ্ট একণে আজ্ঞা করিয়াছেন তিনি আর নবাব উপাধি ধারণ ক[রিতে] দিতে ও [illegible] দিবেন না। [illegible] না করিয়া তাহার [illegible] নাই।

গবর্ণমেণ্ট আজ্ঞা করিয়াছেন, [illegible] পয়সা আর [illegible] হইবে না। পোদ্দারেরা টাকার প্রতি [illegible] [প]য়সা অধিক পাইবেন। ইহার পর [illegible] বার পয়সা বাহির করিবার আবশ্যক হইবে তখন কালেক্টরেরা শত টাকা পর্য্যন্ত [illegible] ষোল আনা দিতে পারিবেন।

সর চার্লস উড আজ্ঞা করিয়াছেন গব[র্ণ]মেণ্টের কর্ম্মচারিদিগের কর্ত্তব্য তাহারা [illegible] পূজায় নিষুক্ত সাহ দিয়া অর্থ আদা [illegible] দিবার চেষ্টা করেন, একবারে তাঁহারা প্রকা[শ্য] রূপে ধর্ম্মের উৎস হস্তক্ষেপ করিতে পারে[ন] না বটে কিন্তু ইহা যাহাতে [illegible] যায় [illegible] চেষ্টায় থাকা কর্ত্তব্য। অবশ্য কর্ত্তব্য সন্দে[হ] নাই।

গত বর্ষে সিঙ্গাপুরে ১৭,৪৪,৬০৮ টাকা আয় ৬১৩,৫০৫৪৯ টাকা ব্যয় হইয়াছে [illegible] এই আফাই লাক টাকা বলভূমিতেই [illegible] করিয়া লওয়া হইয়াছে, আয়ো হইবে।

সিন্ধুদেশীয় দিরপুর গ্রাম জলপ্লাবন [illegible] এক কালে উৎসন্ন হইয়াছে। এক্ষিণে [illegible] পুর যোয়ালিয়া যাইতে বলিয়াছেন।

অমুক সরের লেফটেনান্ট মাকেঞ্জীর [illegible] দিগের সাহায্যার্থ জমা ৬,৫০০ টাকা সংগ্রহ করিয়াছেন। ২৫০০ টাকা [illegible] আছে।

ইংলণ্ডীয় প্রিভিকৌন্সিল বাবু [illegible] মুখোপাধ্যায়ের আপীল অগ্রাহ্য করিয়াছে[ন]। তাঁহারা তাঁহাকে গবর্ণর জেনেরলের নিক[ট] জমা প্রার্থনা করিতে বলিয়াছেন। তাঁহার আপীলে তবে নিতান্ত বিফল হয় নাই। [illegible] এক্ষণে গবর্ণর জেনেরলের নিকট আবে[দন] করিয়া জমা পাইতে পারিবেন বোধ [হ]ইতেছে।

২১এ আগষ্ট কানপুরের মাজিষ্ট্রে[টের] কাছারির সম্মুখে রাওসাহেবের ফাঁসী হই[য়া]ছে। তিনি প্রাণত্যাগ কালেও আপনা[র] ভীরুতা ও কাপুরুষতা প্রকাশ করেন না[ই]। তিনি মৃত্যুকালেও বলিয়াছেন তাঁহার আ[illegible]

…ারে কোন ইউরোপীয়ের প্রাণ বধ করা
…র নাই। অনেক ইউরোপীয় ভদ্রলোক
… সন্ত্রান্ত স্ত্রীলোক কাশী ত্যাগ করিয়া-
…ছেন।

গাভিমান সাহেব গবর্ণমেণ্টের আজ্ঞানু-
…রে হুণ্ডি প্রেরণের এক নিয়মাবলি প্রকাশ
…রিয়াছেন। পূর্ব্বে যেমন যত টাকা তত
…কার হুণ্ডি গবর্ণমেণ্টের ধনাগার হইতে পা-
…য়া যাইত এক্ষণে আর তাহা হইবে না।
…১৫ টাকার অধিক একশত টাকা পর্য্যন্তের
…ণ্ডি প্রাপ্ত হওয়া যাইবে। ইহাতে শতকরা
…ক টাকার হিসাবে বাঁটা লাগিবে। এই
…ণ্ডি দিবার জন্য বঙ্গদেশে সর্ব্বশুদ্ধ ৫৫টি
…াফিস হইবে। ইহাদ্বারা সর্ব্বসাধারণের ক-
…ত ও বণিকদিগের সুবিধা করা হইল।

আমরা কিয়দ্দিবস পূর্ব্বে শ্রবণ করিয়া
…ছলাম রামপুরের সেনাপতি ব্রিগেডিয়ার
…শী কোন স্ত্রীলোককে অপমান করাতে তাঁ-
…াকে পদত্যাগ করিতে হইয়াছে। ইংলিস
…ান তাহার বিস্তারিত বৃত্তান্ত প্রকাশ করি-
…াছেন। বৃদ্ধ ব্রিগেডিয়ারের সহিত তত্রত্য
…র্ণেল উইলকক্সনের স্ত্রীর বিশেষ প্রণয় ছি-
…। এমন কি ব্রিগেডিয়ার সর্ব্বদা তাঁহার বাটী
…ত অবস্থিতি করিতেন ও তাঁহাকে নানা
…কার উপঢৌকন দিতেন। বিবিও নিজ স্বা-
…ীর সহিত গমন না করিয়া ব্রিগেডিয়ারের
…কটে ভ্রমণ করিতেন। একদা কর্ণেল দার-
…জিলিঙে গমন করাতে বিবি অতি সূক্ষ্ম বস্ত্র
…রিধান করিয়া এক নাট্য শালায় আগমন
…রেন। তাঁহার বক্ষস্থল যথা নিয়মে আবৃত
…া থাকাতে ব্রিগেডিয়ার তাঁহাকে নির্লজ্জ ব-
…লেন। পর দিবস ব্রিগেডিয়র বিবির নিকটে
…মা প্রার্থনা করেন। বিবি সেইপত্রের উত্তর
…রূপ লিখেন যে তিনি তাঁহার উপরে কুপিত
… নাই। কিন্তু একজন যুবক আফিসর তা-
… বিরক্ত হইয়া ব্রিগেডিয়ারের ঐ পত্র কর্ণে-
…র নিকটে প্রেরণ করেন। কর্ণেল প্রধান
…সেনাপতির নিকটে তাহা প্রেরণ করাতে সর
…লোক ব্রিগেডিয়ারকে পদচ্যুত করিয়া-
…। ব্রিগেডিয়ার কেম্বি্রজের ডিউকের নি-
… আবেদন করিয়াছেন। সেনাদলে প্রত্য-
… আশঙ্কা হইতেছে। সে দি-

বস সিমলা পর্ব্বতে একজন আফিসর "ভ্রম-
ক্রমে" একটি স্ত্রীলোকের মুখচুম্বন করাতে
স্ত্রীলোকের স্বামী তাহা প্রধান সেনাপতিকে
জানাইয়া ছিলেন। এসকল দুর্ব্ব্যবহার সেনা-
দলের সম্ভ্রান্ত আফিসর দিগের মধ্যে দৃষ্ট হ-
ওয়া দুঃখের বিষয়।

আলাহাবাদ গেজেট বলেন সম্প্রতি ত-
থায় একটি সুন্দর জলস্তম্ভ হইয়াছিল। এখা
নে কয়দিন ধরিয়া একটী ধূমকেতু উঠিতেছে।

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া হায়দরাবাদের নবাব
কে ছাড়িয়া মহারাজ হোলকারকে ধরিয়াছে-
ন। বড় ভাল, যেন সকলেই জানিতে পারেন
ফ্রেণ্ড আমাদিগের কেমন ফ্রেণ্ড।

উক্ত পত্র বলেন তুলা উৎপাদন ও "ভা
রতবর্ষীয় তাঁতিদিগের অন্ন উঠাইবার তিনটি
উৎকৃষ্ট উপায় আছে। ইংলণ্ডীয় মূলধন তু-
লা পরিষ্কৃত করিবার কল ও কাণ্ট্রাক্ট আইন
আমরা আর একটী উপায় বলি, সেটি ইহা
অপেক্ষা উৎকৃষ্ট, ভারতবর্ষীয়দিগকে পেট
ভাতায় খাটাইয়া লইবার চেষ্টা।

উক্ত পত্র আরও বলেন ফ্রেণ্ড অব ইণ্ডি
য়ার সম্পাদকের পরিবর্ত্ত হইবে বলিয়া যে
কথা উঠিয়াছে তাহা অলীক। সবাদটী সত্য
হয় অনেকের ইচ্ছা।

অ.মরা রায়টস ফ্রেণ্ডে একটি প্রস্তাব দে-
খিয়া অতিশয় দুঃখিত হইলাম। একটি স্ত্রী
লোক তাঁহার কুলীন স্বামীকে লিখিয়াছেন য-
দি তিনি তাঁহার নিকটে না আইসেন তাহা
হইলে তিনি (স্ত্রীলোক) অন্য এক যুবকের
সহিত প্রণয় করিবেন। এই কি শিক্ষার ফল?
তাহা হইলে স্ত্রীশিক্ষা বন্ধ করিয়া দেওয়াই
কর্ত্তব্য। সম্পাদকের প্রতি আমাদিগের বক্ত
ব্য এই, কুৎসিত কৌলীন্য প্রথা উঠিয়া যায়,
আমাদিগের একান্ত ইচ্ছা। কিন্তু এই রূপ অ-
সৎ বিষয়কে আদর্শ করিয়া সেই চেষ্টা করা
যে কতদূর অন্যায় তাহা সম্পাদক আপনার
লিখিত প্রস্তাবটী পুনরায় পাঠ করিয়া এক
বার স্থিরচিত্তে বিবেচনা করিয়া দেখিবেন।

১৪ই ভাদ্র শুক্রবার।

লক্ষৌস্থিত ১৮ গণিত ইয়েওলর অশ্বারো-
হি দলের একজন দফাদার বাহাতে সেনাদি-
গের অসন্তোষ জন্মে এরূপকথা বলাতে

তাহার দুই বৎসর মিয়াদ হইয়াছে। এরূপ
দুরাশয় ব্যক্তিদিগের গুরুতর দণ্ডবিধান ক…
রাই উচিত।

মাক্রাজঞ্জাইম্‌স সম্পাদকের নামে অক…
রূপণয়সা দেনাজারী বলিয়া নালিশ হইয়াছে…
এক জনৈক ভূতপূর্ব্ব ডেপুটি মাজিষ্ট্রেট ও …
রেক জন বারিষ্টর অর্থী হইয়াছেন। কলিক…
তার বাতাস মাক্রাজেও গিয়াছে।

কোচিন কুরিয়ার বলেন ত্রিবাঙ্কুরে এ…
দিন ক্রীতদাস রাখিবার প্রথা ছিল। তত্রত…
রাজা সম্প্রতি তাহা উঠাইয়া দিয়াছেন।…
ত দাসেরা এক্ষণে বিদ্যাশিক্ষা করিয়া আ…
ন আপন অবস্থার উন্নতি সাধন করিতেছে…
অনেকে খৃষ্টীয় ধর্ম্ম অবলম্বন করিয়াছে…
ত্রিবাঙ্কুরের রাজার অনেক দিনের উন্নতির ব…
বহার সবাদ শুনা যাইতেছে।

সর বার্টল ফ্রিয়ার প্রজারঞ্জনার্থ সবিশে…
চেষ্টাবান্ হইয়াছেন। বোম্বাই গেজেটে কিছু…
দিবস পূর্ব্বে কাত্তিওয়ারের রেসিডেণ্ট মেজ…
বারের বিরুদ্ধে একটি প্রস্তাব লিখিত হওয়া…
তে তিনি তৎক্ষণাৎ রেসিডেণ্টকে পদচ্যু…
করেন। আবার সাটর্ডে রিবিউ প্রভৃতি বাদে…
র সহায়তা করাতে শাসনকর্ত্তা তাঁহাকে পু…
ন পদে প্রতিষ্ঠিত করিতে সম্মত হইয়াছেন…
এরূপে কাজ করিয়া সর বার্টল ফ্রিয়ার সে…
যেন দুই কুল হারান না।

বেকার নামক যেব্যক্তি এক জন নীলকরে…
টাকা চুরি করে, তাহার সেসিয়নে দুই বৎস…
মিয়াদ হইয়াছে।

বিবিকিই জরাল্ড আপন বেহারার ন…
যে এই বলিয়া নালীশ করেন যে সে রা…
যোগে তাঁহার গৃহমধ্যে প্রবেশ করিয়া তাঁহ…
সতীত্ব নাশের চেষ্টা পায়। উক্ত বেহারার…
রি বাস মিয়াদ হইয়াছে।

১৫ ই ভাদ্র শনিবার।

বণিক সম্প্রদায় লেও সাহেবকে অভি…
ন পত্র প্রদান করিবার যে সঙ্কল্প করিয়াছি…
লেন তাহা হইতে ক্ষান্ত হইয়াছেন। গ…
কল্য এক টেলিগ্রাম আসিয়াছে " লেও স…
হেব ও সরচারল্‌স উডের পরস্পর সদ্ভাব হ…
য়াছে। লেও সাহেব ভারতবর্ষে প্রত্যাগ…
করিতেছেন। এ সবাদটী সত্য হয়, আম…
দিগের বাঞ্ছনীয়।

ফিলিপস্ অথবা কুক্সিয়াবেন বাবু পদচ্যুত প্রার্থিত প্রধানতম বিচারালয়ে প্রবেশ করিলে এক জন বারিষ্টার অধিকতর বেতনে গবর্ণমেন্টের উকীল হইবেন।

উক্ত পত্র বলেন ভূটানের লোকেরা ইংলণ্ডেশ্বরীর প্রজাদিগের উপর সর্ব্বদা অত্যাচার করে, গবর্ণমেন্ট ক্ষতিবারণের অনুরোধ করিবার নিমিত্ত তত্রত্য রাজার নিকটে এক জন দূত প্রেরণ করিবেন সঙ্কল্প করিয়াছেন।

শ্রীরামপুরের ইউরোপীয় ষ্টেসন মাষ্টরের দোষ সপ্রমাণ হইয়াছে। বিচারপতি সর্ব্বাপেক্ষা কোন আজ্ঞা দেন নাই। উক্ত ষ্টেসন মাষ্টরের রক্ষার্থ সরকার যে কোন উদ্যোগ দেখা যাইতেছে না?

নিম্নলিখিত মূল্যে গবর্ণমেন্টের কাগজ বিক্রীত হইতেছে।

৮ টাকার সিকা	৯১।০—৯১৸০
৫ টাকার কোম্পানির	৯৩৸০—৯৪/০
৫ টাকার	১০৪।০—১০৩৸০
৪ ॥ টাকার	১১১৸০—১১২

ইউরোপীয় সমাচার।

ভিন্ন ভিন্ন সংবাদ পত্র হইতে উদ্ধৃত।

লণ্ডন ৪ঠা আগষ্ট। মহাসভার কার্য্য বন্ধ হইয়াছে। ইংলণ্ডেশ্বরীর বক্তৃতাতে বিদেশীয় গবর্ণমেন্টের সহিত সদ্ভাব সংস্থাপনের অভিপ্রায় ও আমেরিকার গৃহ যুদ্ধের জন্য আক্ষেপ প্রকাশ করা হইয়াছে।

মাল্টা ৪ঠা আগষ্ট। গারিবল্ডি ৩১ এ জুলাই পালার্মো ত্যাগ করিয়া কালটেনিসেটে গমন করিয়াছেন। তথায় অনেক সেনা সংগৃহীত হইতেছে।

প্যারিস ৫ ই আগষ্ট। মণ্টিনিগ্রোবাসীরা পুনর্ব্বার যুদ্ধ আরম্ভ করিয়া প্রায় ৫০০ তুরস্ককে বধ করিয়াছে। সর্ভিয়ায় বিদ্রোহ হইয়াছে, বেলগ্রেডের সকলে শঙ্কিত হইয়াছেন। ইটালির রাজা এক ঘোষণা প্রকাশ করিয়া রাজ্য মধ্যে গৃহ যুদ্ধ ঘটাইবার চেষ্টা ও আয়োজন করিতেছে তাহাদিগের নিন্দা করিয়াছেন

প্যারিস ৬ ই আগষ্ট। প্লোরেন্স ও নেপল্‌সে বড় গোলযোগ হইতেছে। গারিবল্ডি প্রকাশ্যরূপে বলিয়াছেন তিনি গবর্ণমেন্টের কার্য্যে বাধা দিবেন না।

লণ্ডন ৪ঠা আগষ্ট। আমেরিকার উভয় বিভাগে কাল ক্ষেপণ করিতেছেন। সংগ্রাম হইতেছে না। হালেক প্রধান সেনাপতি হইয়াছেন। সভাপতি বিদ্রোহী দলের দাসদিগকে মুক্ত ও তাহাদিগের সম্পত্তি নীলাম করিবার বিলে সাক্ষর করিয়াছেন। পার্শ্বস্থিত প্রদেশের প্রতিনিধিরা ইহার প্রতিবাদ করিয়াছেন। উত্তর বিভাগের লোকেরা ক্রমশঃ ভগ্নোৎসাহ হইতেছেন; বিদ্রোহীরা পশ্চিমাংশে জয়ী হইয়াছেন এবং তাহাদিগের সেনাপতি আক্রমণ ব্যাপার করিতে অগ্রসর হইতেছেন।

গারিবল্ডি তাঁহার স্বয়ংবৃত সৈন্যদিগকে উপস্থিত হইতে আদেশ করিয়াছেন। তিনি কোথায় যাইবেন তাহার নিশ্চয়তা নাই। ইটালির রাজা তাঁহার কার্য্য নিয়মবিরুদ্ধ বলিয়া তাঁহাকে দমন করিবার ইচ্ছা প্রকাশ করিয়াছেন। ফরাসীরা রোমের সীমার নিকটে অনেক সেনা আনিয়াছেন।

দ্বিতীয় লুঠ প্রাপ্ত টাকা ১ লা সেপ্টেম্বর ভারতবর্ষীয় আফিসে বিতরণ করা হইবে।

এরূপ জনশ্রুতি অস্ট্রিয়ার গবর্ণমেন্ট রোম রক্ষা করিবার জন্য প্রস্তুত হইতেছেন কিন্তু সকলে ইহাতে অবিশ্বাস করিয়াছেন।

ইংলণ্ডেশ্বরী শীঘ্র গোথায় গুপ্ত ভাবে গমন করিবেন।

নেপল্‌স ৪ ঠা আগষ্ট। ইটালির রাজার ঘোষণা সর্ব্বসাধারণে আদর পূর্ব্বক গ্রহণ করিয়াছেন। ইটালীয় ও ফরাসীর রণতরি দলের সহিত মিলিত হইয়া ইংরাজী রণতরি দল কার্য্য করিবার আজ্ঞা পাইয়াছে।

৬০০০০ বিদ্রোহী জেমস নদীর নিকটে আসিয়াছে। গবর্ণমেন্টের সেনারা দক্ষিণে পরাজিত হইতেছে।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনন্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

১৮ই আগষ্ট — নিমক ডিপার্টমেন্টের নিম্নলিখিত কর্ম্মচারিরা উক্ত পদ প্রাপ্ত হইয়াছেন:—

জলেশ্বরের নিমক চৌকির সহকারী সুপরিন্টেণ্ডেণ্ট আর নিকোলাস সাহেব পঞ্চম শ্রেণিতে বাকরগঞ্জের নিমক চৌকির সুপরিন্টেণ্ডেণ্ট এ, ডিলাগিমোর ষষ্ঠ শ্রেণিতে।

সাহাবাদের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর জে, সি, মাকলিয়ড সাহেব উক্ত জেলার মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

১৯এ আগষ্ট — এফ, এস, এ, স্লিচ সাহেব মেডিকাল কালেজের অধ্যক্ষ হইয়াছেন।

২০এ আগষ্ট — বাবু তারাকান্ত বিদ্যাসাগর কেদারের প্রতিনিধি প্রধান সদর আমীন হইয়াছেন।

এল, ডবলিউ, হুচিনসন সাহেব বাকরগঞ্জের প্রতিনিধি প্রধান সদর আমীন হইয়াছেন।

২১এ আগষ্ট — বাবু রাধাকমলনাথ আচার্য্য চব্বিশ পরগণার চিকিৎসালয়ের ভার প্রাপ্ত হইবেন।

লেপ্টেনন্ট গবর্ণরের প্রতিনিধি প্রাইবেট সেক্রেটরি মেজর জেমস প্রাইবেট সেক্রেটরি হইবেন।

৯ই আগষ্ট — লক্ষ্মীপুরের অবৈতনিক মাজিষ্ট্রেট রেবরেণ্ড ই, ডবলিউ, সিম্পসন ফৌজদারি আইনের ২২ ধারানুসারে প্রথম শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

১০ই আগষ্ট কমায়ু ও গাড়োয়াল পর্ব্বতের কমিসনরের সহকারী জে, বি, সাণ্ডারস পঞ্চম শ্রেণি হইতে উচ্চপদ পাইয়া চতুর্থ শ্রেণিতে উঠিয়াছেন।

২০এ আগষ্ট — যশোহরের অবৈতনিক মাজিষ্ট্রেটের মধ্যে বাবু বিধুভূষণ বন্দ্যোপাধ্যায় দেশীয় ব্যবস্থাপক সভায় ১৮৬২ অব্দের ৬ আইনের ১৬ ধারা ও ১৮৫৯ অব্দের ১০ আইনানুসারে মকদ্দমার নালীশ লইতে পারিবেন।

২১এ আগষ্ট জে, এম, ডবলিউ, ও [illegible] সাহেব লক্ষ্মীপুরের অবৈতনিক মাজিষ্ট্রেট ফৌজদারি আইনের ২২ ধারা ও ১৮৫৯ অব্দের ১০ আইনের ১ ধারানুসারে ক্ষমতা পাইবেন।

২৩এ আগষ্ট — কাপ্তেন এ, ডুগাল্ড দ্বিতীয় শ্রেণির জেলা পুলিস অধ্যক্ষ হইবেন।

মৈমনসিংহ কোম্পানি ১৮৬০ অব্দের ৫৩ আইন অনুসারে ঢাকার আদেশ ও ডেপুটি কালেক্টর হইবেন।

—•—

প্রেরিত।

সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু।

কোন সুবিখ্যাত গ্রন্থকার কহিয়াছেন "এক্ষণে এতদ্দেশীয় প্রচলিত প্রথা সমুদায় পরিবর্ত্তিত হইবার উপক্রম হইতেছে। অতএব যাহাতে সুনীতির পরিবর্ত্তে দুর্নীতি সংস্থাপিত না হয়, সে বিষয়ে সকলেরই সম্পূর্ণ দৃষ্টি রাখা উচিত। আমাদের মধ্যে অনেকের [illegible] স্বার জন্মিয়াছে আমরা সমস্ত [illegible] করিয়া অন্য জাতির ব্যবহার অ[illegible] প্রবৃত্ত হই।" এক্ষণকার কালের [illegible] দায়ের যুবকেরা এই কথা স্মরণ [illegible] হইলে তাহারা আমাদের দেশে [illegible] গুলি চিরাগত সুরীতি দেখিতে [illegible] মধুময় প্রবাহ পৃথিবীর অন্য [illegible] চিত দৃষ্ট হয় না। তাহার কারণ বহু অনেক কাল পর্য্যন্ত পূর্ব্বতন [illegible] উৎসাহিত হইতেছে। স্নেহ ও মমতা, প্রেম ও ভক্তি, দয়া ও দাক্ষিণ্য প্রভৃতির কার্য্যক্ষেত্র এখানে মানব মনের অনেক পরিসর গ্রহণ করিয়াছে। এজন্যই আমরা দেখিতে পাই, [illegible] ভগিনীর স্নেহ বৎসলী অরূপ আতৃদ্বিতীয়া, [illegible] পিতৃভক্তির অভিনায়ক শ্রাদ্ধ, এবং [illegible] স্নেহ সূচক জামাই ষষ্ঠীর আনন্দ বিকাশ এখানে প্রচলিত আছে। এসকল আলোচনা করিয়া প্রতীত হয় যে উপর্য্যুক্ত সুরীতি সকলের প্রচারকেরা কেমন স্বদেশীয় মানব প্রকৃতির অনুগত। অবধারণে সমর্থ হইয়াছিলেন। ইণ্ডিয়ান রিফর্মর বেঙ্গিন কি এক থানা বাঙ্গলা সংবাদপত্র হইতে দেবেন্দ্র বাবুর নবপ্রণালীকৃত বিশুদ্ধ পিতৃশ্রাদ্ধের বিপক্ষ কোন অদূরদর্শী লেখকের প্রবন্ধ অনুবাদ করিয়া স্বকীয় পত্রে প্রকটিত করিয়াছেন। তাহাতে বোধ হয় তিনি তাহার মতে বিশেষ অনুমোদন করেন। কখনও পিতৃ ভক্তি প্রকাশে যে কি দোষ আছে আমি তাহা বিবেচনা করিতে পারিলাম না।

..আর বিষয়ে যদি তিনি কোন [illegible] হইতে পারেন সে দোষ [illegible], রূপান্তর অথবা লৌকিক [illegible] সংস্রব থাকা। আমি আমি [illegible] অথবা কোন ব্রাহ্মের শ্রাদ্ধ কার্য্যে এসকল কিছুই নাই। যদি দোষের ভাগ পরিত্যাগ হইল তবে আর অনুকার্য্য যে কি নিমিত্ত পরিহার্য্য হইবে কিছু [illegible] পারিতেছি না। বোধ হয় ইহার [illegible] অবাই কিছু গোলযোগ থাকিবে। [illegible] মনের ভাব ও পিতৃভক্তি প্রাবল্যেই [illegible] প্রাচীন [illegible] ব্যক্ত করি না কেন, কেন [illegible] রের অবগতি হইবে; কেনা জানে তাহাতে ভাব প্রকাশের কোন ব্যতিক্রম ঘটে না, কেনা জানে তাহাকে আবার ভক্তিস্রোত প্রবাহিত হইতে পারে? সত্য বটে আমাদের জনক জননীরা আসিয়া কিছু আমাদিগের ভক্তিপুষ্প উপহারের সৌরভে আমোদিত হইতেছেন না। কিন্তু ইহা অন্ততঃ অবশ্য স্বীকার করিতে হইবে যে আমাদের অন্তরোদ্যানে যে এই কুসুম লতাটী আরোপিতা আছে স্বভাবের অলঙ্ঘ্য নিয়মে সময়ে সময়ে প্রসূনবতী হইবেই হইবে। একবার কলিকা উদ্গত হইলে, আর কি তাহা প্রস্ফুটিত হইতে নিবারণ করা যাইতে পারে। বনপুষ্পের কেবা আঘ্রাণ লইতে যায় কিন্তু সে কি কখন প্রফুল্লিত হইয়া সুগন্ধ দানে বিরত থাকে! সে সেই বনশোভা সম্পাদন করিয়া ঈশ্বরের উদ্যানের রমণীয়তা সাধন ও বিমল [illegible] রূপে তাঁহার মঙ্গলোদ্দেশ সম্পা- র করি [illegible]। আমাদিগের পক্ষেও তদ্রূপ, তা য যত দিন মন রাজ্যের অধিকার ধা বি [illegible] করিবেন, যত দিন আমাদের হৃদয়ে হ্রা [illegible] উপকার রাশির সম্যক উপলব্ধি [illegible] তত দিন আমাদের চিত্ত [illegible] কৃতজ্ঞতা উচ্ছ্বসিত হইয়া [illegible] পরিশোভিত করিতে প্রকৃত নিয়ম। এই ঈশ্বরের [illegible] আদেশ অলঙ্ঘ্য।

[illegible] আমার বলা উচিত, যে [illegible] ব্রাহ্মদিগের স্বেচ্ছাধীন। কিন্তু তা- [illegible] স্বেচ্ছাকে ধর্ম্মের পরতন্ত্র করিয়া [illegible] সহিত সমশ্রেণীভুক্ত করিয়া রাখেন, [illegible] কাজেকাজেই [illegible] করিতে [illegible]। কিন্তু সেই কার্য্য যেন মনের ভাব উৎ- [illegible] করিয়া স্বতই অনুষ্ঠিত হয়। [illegible] [illegible] কৃত্রিম শ্রাদ্ধ। তাহাতে [illegible] [illegible] নাই। "ইণ্ডিয়ান মিরার" ব্রাহ্ম [illegible] সহায়তা করুন বা বিপক্ষতা করুন [illegible] [illegible] ব্রাহ্ম দিগের [illegible] [illegible] হিত অন্বেষী হইলেও [illegible] [illegible] দিগের কোন অনুষ্ঠান বিষয়ে [illegible] [illegible] আমনি একজন তাহাদিগকে [illegible] [illegible] করিতে থাকিবে। অতএব ব্রাহ্মের [illegible] কৃতজ্ঞতা সূচক সংস্কার প্রদান [illegible] [illegible] নির্ব্বাহ ও বিবেচনা করুন [illegible] [illegible] তাঁহার পক্ষে শ্রেয়স্কর। [illegible] [illegible] উচিত সময়। এ সময়ে দুই [illegible]

[illegible] ছিদ্রান্বেষী থাকাতেও আমাদের কিন্তু তাহারা যেন সাধু সরলতার বশবর্ত্তী হইয়া কার্য্য করে। তাহা হইলে তাহাদিগেরও উৎকৃষ্ট বৃত্তি সকল চরিতার্থতা লাভ করে; ব্রাহ্মদিগেরও যথেষ্ট [illegible] সাধন হয়। ধন্য জগদীশ! ম [illegible] যে পথে [illegible] না কেন সেই পথেই তোমার মঙ্গলের রাজ্য।

এক জন সমর্থ প্রা.বী।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয় সমীপেষু

[illegible] সেক [illegible] নিযুক্ত হইয়াছে আমরা যেরূপ আহ্লাদিত হইয়াছিলাম, এখানে রবের অধিকার অতীত হওয়াতে সেইরূপ সন্তুষ্ট হইয়াছিলাম, কিন্তু দুর্ভাগ্য বশতঃ যেমন [illegible] উক্ত [illegible] সাহেবের বিদায়ে ভুল দর্শাইয়াছেন, তদ্রূপ এখানে হাতুড়ে চিকিৎসকেরা এককে অন্বেষণ করিয়া [illegible] দিয়াছে। প্রায় কালনার প্রতি [illegible] হাতুড়ে নাই, যাঁহারা ঐ হাতুড়েদের নিকট ঔষধ সেবন করেন প্রায় তাঁহাদের অকালে মৃত্যু হইয়া থাকে, [illegible] একটা উহাদের হস্ত হইতে রক্ষা পায় তাহাদিগকে প্রায় আজন্ম পর্যন্ত রোগ [illegible] করিতে হয়। গবর্ণমেণ্ট এই কুচিকিৎসকদের চিকিৎসা বৃত্তি নিবারণ করিলে কি ভাল হয় না। কালনার অন্তঃপাতি জলপট নামে একটী পল্লী আছে, উহাতে অনেক [illegible] ইতর লোক বাস করিয়া থাকে, তাহাদের আচার ব্যবহার [illegible] লোকের মত। প্রায় উহাদের সকলের একটী একটী মহাজন আছে, ঐ মহাজনেরা তাহাদিগের জীবিকার অবলম্বন [illegible] ইহার, প্রত্যেক বৎসর প্রায় আষাঢ়ের [illegible] হইতে শ্রাবণের শেষ পর্য্যন্ত [illegible] ধরিয়া ঐ কর্জ্জ পরিশোধ করে, কিন্তু দুর্ভাগ্য বশতঃ এই বৎসর [illegible] হওয়াতে তাহারা [illegible] অধিক জাল পাতিতে পারে নাই সুতরাং কর্জ্জ শোধ করা দূরে থাকুক তাহাদের দিন পাত করাও দুর্ঘট হইয়াছে।

[illegible] যেরূপ রোমীয় [illegible] নিরন্ন [illegible] প্রতি ব্যবহার করিত সেইরূপ ঐ মহাজন বর্গ তাহাদিগের প্রতি ব্যবহার করিতেছে।

কালনা
১৯ আগষ্ট ১৮৬২

এক পাঠক —

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয় সমীপেষু।

মহাশয়! এখানে একটী প্রসিদ্ধ দৈনিক [illegible] [illegible] বিক্রয়ের স্থান আছে, ইহার [illegible] [illegible] জমাদের [illegible] মহাত্মা [illegible], কিন্তু আমাদের দুর্ভাগ্য বশতঃ তিনি [illegible] [illegible] অন্য লোককে ইজারা দিয়াছেন এ ইজারদার [illegible] অনতিবিলম্বে [illegible] পূর্ণ করিবার অভিপ্রায়ে নিম্ন লিখিত দ্রব্য সকল এক চেটিয়া করিয়াছেন, আদা, আলু, পান, চুন, পেঁয়াজ, রসুন, মিসি [illegible] ইহাতে অন্য

[illegible] দিগের যে কি পর্য্যন্ত অপকার [illegible] [illegible] নহে, বিশেষতঃ বিক্রেতাদের নিয়মিত [illegible] ব্যতীত অনেকগুলি তোলাবাজ [illegible] [illegible] হয়, তন্মধ্যে প্রধানটীর নাম " [illegible] এইরূপ অত্যাচার দূরীভূত করিবার জন্য [illegible] [illegible] ইতি পূর্ব্বে দারোগা বাবু [illegible] [illegible] মহাশয় [illegible] মাজিষ্ট্রেট [illegible] সাহেবকে [illegible] করান, কিন্তু মাজিষ্ট্রেট [illegible] এবিষয়ে কিছু [illegible] করেন নাই [illegible] না করাও আশ্চর্য্যের বিষয় নয়, কারণ তাঁহারা [illegible] মাহিনা পান, তাহাতে [illegible] তাঁহারা কালনার কড় [illegible] কি [illegible] ন, না নিগারদিগের দুঃখে দুঃখী হন [illegible] উইলসন, বা ব্রাউন, [illegible] ক, মেমেকারে ইত্যাদি একচেটে করিত [illegible] হইলে তাঁহারা কি চুপ করিয়া থাকিতেন।

কালনা
১৬ই আগষ্ট ১৮৬২ } এক পাঠক।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয়েষু।

[illegible] সহোদরগণ আমার [illegible] [illegible] কলিকাতাবাসিগণ [illegible] [illegible] [illegible] করিয়াছেন। তোমরাও [illegible] [illegible], তাঁহাদের [illegible] [illegible] [illegible] হইবে এবং এক সময়ে যে আমাদের [illegible] হইবে [illegible] [illegible] সম্পাদক মহাশয়! [illegible] [illegible] [illegible] করিতেছি আপনি [illegible] [illegible] [illegible] পরম [illegible] হইব।

[illegible]।

আমরা টাকা [illegible] হইতেছে [illegible] নিকে আমরা পাঠাইয়া দিব। [illegible]

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু [illegible]	[illegible]
১২৬৯ ভাদ্র অবধি মাঘ পর্য্যন্ত	[illegible]
" [illegible]	[illegible]
১২৬৯ শ্রাবণ অবধি পৌষ পর্য্যন্ত	
" [illegible] মিত্র	[illegible]
১২৬৯ [illegible] পর্য্যন্ত	[illegible]
" [illegible]	মেদিনী[illegible]
১২৬৯ কার্ত্তিক পর্য্যন্ত	[illegible]
[illegible] মিত্র	[illegible]
ইং ১৮৬২ আগষ্ট [illegible]	[illegible]
" [illegible] ধর	[illegible]
১২৬৯ শ্রাবণ অবধি পৌষ পর্য্যন্ত	[illegible]
" প্রসন্নকুমার চৌধুরি	[illegible]
১২৬৯ কার্ত্তিক পর্য্যন্ত	[illegible]

সোমপ্রকাশ

প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং

৪ ভাগ। ৪০ সংখ্যা। | সন ১২৬৯। ২৪ ভাদ্র। ইং ১৮৬২। ৮ সেপ্টেম্বর | মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশ।

[illegible]

এতদ্দেশীয় উকীল ও মোক্তারগণ।

পার্লিয়ামেণ্ট সভায় ইংলণ্ডেশ্বর চতুর্থ জর্জের স্ত্রী কারোলাইনের [illegible] দোষের গমন বিচার [illegible] লার্ড ব্রুহাম তাঁহার পক্ষ সমর্থন করেন। তৎকালে তিনি বলিয়াছিলেন আমার মক্কেলের জন্য যদি [illegible] করিতে হয়, তাহাও আমি করিব!" এই বাক্য দ্বারা উকীল ও মক্কেলের পরস্পরের যে কিরূপ সম্বন্ধ, তাহা স্পষ্ট প্রতীয়মান হইতেছে। কোন গোপনীয় কথাই উকীলের নিকটে অবরুদ্ধ থাকে না। এক জন হত্যাকারী তাহার উকীল ফিলিবগকে বলিয়াছিল "আমি হত্যা করিয়াছি যথার্থ; তথাপি আপনি আমার রক্ষার্থ যথোচিত চেষ্টা করিবেন।" উকীল ও মক্কেলের পরস্পরের কিরূপ বিশ্বাস থাকা আবশ্যক, এতদ্দ্বারা স্পষ্ট সপ্রমাণ হইতেছে বটে, কিন্তু উকীলের কর্ত্তব্য নয় যে তিনি আপনার মক্কেলকে সদোষ জানিয়াও ধর্ম্মনীতির বিপরীতকারী হইয়া তাহাকে নির্দ্দোষ বলিয়া বিচারপতির সম্মুখে পরিচয় দেন।

উকীলদিগের কর্ত্তব্য এই, তাঁহারা অর্থি প্রত্যর্থির সাক্ষি লেখ্যাদি যে সমস্ত প্রমাণ থাকে, তৎ সমস্ত যথারীতি বিচারপতির সম্মুখে উপস্থিত করিবেন এবং অর্থি প্রত্যর্থির [illegible] গুলি বিশদ করিয়া বিচারপতিদিগকে বুঝাইয়া দিবেন। নানা প্রকার মিথ্যা সাজাইয়া মকদ্দমা বিকৃত করিয়া তুলিবার ত কথাই নাই। উকীলেরা এরূপ বিকৃত ব্যবহার করিলে লোক স্থিতির বিষম বিঘ্ন উপস্থিত হয়। লোক স্থিতি ও রাজবিধি কি দোষীকে বিচারপতির হস্তে সমর্পণ করিতে বলিতেছে না। ফলতঃ উকীলের কর্ত্তব্য এই তিনি, মক্কেলকে রক্ষা করিবার নিমিত্ত ন্যায়ানুসারে যথোচিত চেষ্টা করিবেন, কিন্তু কখন ধর্ম্মনীতির প্রতিকূলতাচরণ করা তাঁহার উচিত নয়। তিনি [illegible] র কথা শ্রবণ করিবেন বটে, কিন্তু [illegible] ক্রমেই পাপের প্রশ্রয় দিবেন না। [illegible] ও ঈশ্বরের নিকটে তাঁহার যে কর্ত্তব্য আছে, ঐহিক কায়িক স্বার্থের [illegible] তাহা কখন বিস্মৃত হওয়া [illegible]

ইউরোপীয় উকীলেরা প্রায়ই এই সকল নিয়ম প্রতি পালন করিয়া থাকেন। [illegible] ণ্ডের টেম্পলবারের ইতিহাস [illegible] তত্রত্য বারিষ্টরদিগের সত্য [illegible] পরায়ণতার সবিশেষ পরিচয় [illegible] যায়।

উকীলদিগের যে গুণসকলের [illegible] তার বিষয় আমরা উপরে উল্লেখ করিলাম, এ দেশের উকীলদিগের তাহা আছে না। সত্য কথা বলিতে কি কতিপয় [illegible] ব্যতিরেকে এদেশের উকীলদিগের উপর সাধু বলিয়া আমাদিগের ভক্তি নাই। [illegible] কীলের কাছে যাওয়া আমাদিগের পক্ষে রোগীর বিষ ভোজনের ন্যায় হইয়াছে। কি জন্য লোকে তাহাদিগের প্রতি [illegible] শ্রদ্ধা সম্পন্ন নহেন ইহা কি ব্যবসায়ের দোষ; না স্বভাবগত কোন দোষ আছে [illegible] ব্যবসায়ের অথবা স্বভাবের দোষ হইলে ইংলণ্ডের উকীলেরাও সচ্চরিত্র বলিয়া প্রতিষ্ঠিত হইতেন না। একটী বিশেষ নি[illegible] দোষেই এরূপ ঘটিয়াছে। সে দোষ এই এ দেশের উকীলেরা মকদ্দমার

[illegible]দালতে বক্তৃতা করিয়া অর্থি প্রত্যর্থি পক্ষ সমর্থন এই উভয় কার্য্য করিয়া থাকেন। ইংলণ্ডে স্বতন্ত্র স্বতন্ত্র লোক আছেন। আটর্ণীরা মকদ্দমার জোগাড় ও বারিষ্টরেরা বিচার কালে অর্থি প্রত্যর্থির পক্ষ সমর্থন করেন। এই কারণেই বারিষ্টরদিগের চরিত্র দোষ ঘটিবার সম্ভাবনা অল্প।

বিশেষতঃ টেম্পলবারের আর একটি উত্তম নিয়ম আছে। যে বারিষ্টর ব্যবসায় সম্বন্ধে হউক অথবা সমাজ সম্বন্ধে হউক, [illegible] কাজ করেন, তাঁহাকে [illegible] বারিষ্টর শ্রেণি হইতে বহিষ্কৃত [illegible] দেওয়া হয়। সম্প্রতি এবুইন [illegible] দোষ স্পৃষ্ট হওয়াতে [illegible] ইংলণ্ডের বিচারালয় ত্যাগ করি[illegible]ছে। বারিষ্টরদিগকে মকদ্দমার [illegible] করিতে হয় না বলিয়াই লার্ড [illegible]টিণ্ডাল, সর টমাস ডেনমান, লার্ড [illegible] জেমস কারলেট, ও লার্ড [illegible] বিংশ শতাব্দীতে এবং লার্ড কোক প্রভৃতি বারি[illegible] বিশেষ প্রতিষ্ঠা লাভ করিয়া

[illegible]শের উকীলদিগের অসচ্চরিত্রতার একটী প্রধান কারণ আছে। আমাদের আদালতে যত উকীল দেখিতে পাই তাঁহাদিগের অধিকাংশই ভাল লেখা পড়া জানেন না, কেবল আইন পরীক্ষা দিয়া উকীল হইয়াছেন। সুতরাং তাঁহাদের ধর্ম্মনীতিতে দৃঢ়তর ভক্তি থাকা সম্ভব নহে। আদালতে মিথ্যা প্রবঞ্চনার যে প্রাদুর্ভাব দৃষ্ট হয়, উপনিবেশিত উকীল ও মোক্তারেরা তাহার অন্যতর প্রধান কারণ। যে রূপে [illegible]কলেই মুখ। ধূর্ত্তত, তাঁহাদিগের [illegible]বিদ্যা ও ব্যবসায়; সাক্ষিদিগকে [illegible]ইয়া তালিমী করা গুণপনা এবং [illegible] অজ্ঞান এবং নির্ব্বোধ ও ধনী মক্কেল পাইলে নানা ছল কৌশল ও ভয় প্রদর্শন দ্বারা তাহার অর্থ শোষণ করা তাহাদিগের গৌরব। এই মহামতিরাই আমলা মহাপুরুষদিগের উপার্জ্জন দ্বার। সত্য বটে মধ্যে মধ্যে এক জন সৎ মোক্তারও দেখিতে পাওয়া যায়। কিন্তু তাঁহারা মরুভূমির মধ্যস্থিত দুই একখানি কৃষ্ট ভূমির ন্যায়। তদ্দ্বারা বালুকাময় প্রান্তরের ভয়ঙ্করতারই অধিকতর বৃদ্ধি হয়। ফলতঃ অজ্ঞ উকীল ও মোক্তারদিগের দোষে আমাদিগের দেশের মহত্তর অনিষ্ট ঘটিতেছে। ইহারা কিঞ্চিৎ স্বার্থের লোভে জ্বলন্ত অনলে আহুতি প্রদানের ন্যায় লোকের মকদ্দমা প্রবৃত্তি সন্ধুক্ষিত করিয়া দেয়। কখন কখন শুনিতে পাওয়া যায়, উল্লিখিত ধূর্ত্তেরা বাদী ও প্রতিবাদী উভয়ের নিকট হইতেই অর্থ সংগ্রহ করিয়া থাকে। এ অনিষ্টের নিবারণ না হইলে গোলোযোগের অন্ত নাই।

এক্ষণে এতন্নিবারণের উপায় নির্দ্দেশিত হইতেছে। ইংলণ্ডের টেম্পল বারের ন্যায় উকীলদিগের একটী সভা করা এবং উহাদিগের কেবল আইনজ্ঞতার পরীক্ষা না হইয়া যাহাতে বিদ্যা বুদ্ধি ও সচ্চরিত্রতাদি জানিতে পারা যায় এরূপ পরীক্ষা গ্রহণের নিয়ম করা হউক। এই সভায় বিচার হইয়া যাহাদিগের চরিত্র দোষ প্রমাণ হইবে, তাহারা বহিষ্কৃত হইবেন। উকীলদিগের একটী স্বতন্ত্র সম্প্রদায় এবং মকদ্দমা গুচাইয়া দিবার নিমিত্ত অটর্ণীদিগের একটী স্বতন্ত্র সম্প্রদায় হউক। পাঠকগণ! এরূপ বিবেচনা করিবেন না যে আটর্ণীরা মিথ্যা মকদ্দমা সাজাইয়া দিতেই থাকিবেন, একথা বলা আমাদিগের অভিপ্রেত। বিদ্যা ও প্রবঞ্চনার অনুৎসার তেওয়া তাঁহাদিগের একটী প্রধান কর্ত্তব্য কর্ম্ম হইবে। যাবতীয় জেলার বিচারালয় হইতে এই মোক্তারগণকে আশু দূর করা আবশ্যক। যাহারা নির্দ্দিষ্ট শ্রেণির ওকালতি পরীক্ষায় উত্তীর্ণ হইবেন, তাঁহারা ভিন্ন অ[illegible] কেহ মোক্তারি করিতে পারিবেন না[illegible] উকীলদিগের ন্যায় কোন মোক্তারের প্র[illegible]ঞ্চনা বিদিত হইলে তাঁহাকেও তদ্দণ্ডে আদালত হইতে বহিষ্কৃত করিতে হইবে।

আর একটী বিষয় প্রসঙ্গ না করি[illegible] এপ্রস্তাবের উপ সংহার করা বিধেয় হইতেছে না। কিঞ্চিৎ অধিক বেতনে সচ্চরি[illegible] লোক নিয়োজিত করিয়া আমলাগণের উৎকোচ গ্রহণ রুদ্ধ না করিলে আদালতে[illegible] সম্পূর্ণ কণ্টক সংশোধিত হইবে না। ব[illegible] বৎসরের মধ্যে আমরা অনেক গুলি মহা[illegible] পরিবর্ত্ত দর্শন করিলাম, কিন্তু উল্লিখি[illegible] বিষয়টী যে অদ্যাপি অপরিবর্ত্তিত রহি[illegible]ছে, তাহাকে কেবল যে দেশের দুর্নাম[illegible] অনিষ্ট হইতেছে এরূপ নহে উহা এদেশের শ্রীবৃদ্ধির একটী প্রধান অন্তরায় বলি[illegible] পরিগণিত হইতেছে।

নীলপ্রধানপ্রদেশ।

একেশীয়েরা এখন কি করিতেছেন[illegible] হিন্দু পেট্রিয়টের নীলপ্রধান প্রদেশে[illegible] সংবাদদাতা কোথায় গেলেন? এ সম[illegible] এ জাদিগের বন্ধুগণ কোথায় আছেন[illegible] হাদিগের যে কোন উচ্চ বাচ্য শুনিতে পাওয়া যাইতেছে না। তাঁহারা কি ভাবি[illegible]তেছেন, নীলঘটিত গোলযোগের শেষ হই[illegible]ছে? প্রজারা কি অত্যাচারের হস্ত হইতে মুক্ত হইয়াছে? যাঁহারা এরূপ স্থির ক[illegible]রিয়া নিশ্চিন্ত আছেন, তাঁহারা ভ্রমে পতি[illegible] হইয়াছেন সন্দেহ নাই। পুনর্ব্বার সকলে[illegible] বদ্ধপরিকর হওয়া সর্ব্বথা[illegible]। অত্যাচারের[illegible] মশঃ বৃদ্ধি হইতেছে।

এক জন সোমপ্রকাশ গ্রাহক পাব[illegible] হইতে লিখিয়াছেন, "এদেশের নী[illegible] করদিগের সহিত প্রজাগণের বিবা[illegible]র মীমাংসা হয় নাই, এখনও সম[illegible] সময়ে বিবাদ বিসম্বাদ খুন জখমের কা[illegible] পাওয়া গিয়া থাকে, সম্প্রতি ও উক্তা[illegible]

কুঠির সাহেবের সহিত অবিশ্বাসের কি বাদ হইয়া প্রজার শরীর এক জন লোক ১° আর এক জন.

সোমপ্রকাশের মূল্য দিতে বিলম্ব হওয়াতে আমরা পত্র দ্বারা ঐ বিলম্বের কারণ গোচর করি। তাঁহাতে তিনি বিলম্ব করিয়া আমাদিগের নিকটে ঐ বিলম্বের এই কারণ লিখিয়াছেন, তিনি এক নীল কুঠিতে (আমরা আপাততঃ পত্র প্রেরয়িতা ও নীল কুঠির নাম প্রকাশ করিলাম না, তাহার কারণ এই এবিষয়ে তাঁহার মত লওয়া হয় নাই) কর্ম করিতেন। তাঁহার জমা ও প্রজা আছে। তাঁহার প্রজারা নীল বপন করে নাই বলিয়া কুঠির কর্মকর্তা সাহেব তাঁহার নামে নানা প্রকার মিথ্যা নালীশ করিয়া তাঁহাকে যৎপরো নাস্তি কষ্ট দেন। তাঁহার কারাবাস দুর্দশা পর্যান্ত হইয়াছে। তিনি রাজশাহির জজের নিকটে আপীল করিয়া কোন কোন বিষয়ে নিষ্কৃতি লাভ করিয়াছেন বটে, কিন্তু সম্পূর্ণ রূপে তাঁহার আপদের শান্তি হয় নাই। নিজ পত্রের শেষে তিনি লিখিয়াছেন "নীলদর্পণের বর্ণনায় যদি কোন মহাত্মার সন্দেহ থাকে, তবে যশোহর এ প্রদেশে আগমন করিয়া নীলকরের অত্যাচার ও বিচারশালী ও অশ্মদের অবস্থা ক্ষণকাল অবলোকন করিলেই বর্ণিত পুস্তকের একটী কথার প্রতিও অবিশ্বাস করিবার অণুমাত্র কারণ থাকিবে না।" এই সকল দেখিয়া শুনিয়া বোধ হয়, রাজপুরুষেরা ইউরোপীয়েরা এদেশের শ্রীবৃদ্ধি করিতে অথবা এদেশ সংহার করিতে আসিয়াছেন? নীলকরেরা এখন আবার জাক্সন সাহেবের সহায়তা প্রাপ্ত হইয়াছেন।

জাক্সন সাহেব আইনের সম্পূর্ণ বিপরীতকারী হইয়া প্রজাদিগের কর বৃদ্ধি করিয়াছেন। ১৮৫৯ অব্দের ১০ আইন অনুসারে কর বৃদ্ধির বিজ্ঞাপন পূর্ব্বে দেওয়া সেই বিজ্ঞাপনও দেওয়া হইয়াছে, প্রজার সাক্ষী দ্বারা আবশ্যক সাক্ষ্য জীবনের তা। কিছুই করেন নাই। এক্ষণে তাঁহাদিগের কথার উপরে নির্ভর করিয়াই জাক্সন সাহেব কর বৃদ্ধির আজ্ঞা দিয়াছেন। ডেপুটি কালেক্টর জজের যথাযথ হইয়াছেন। প্রজারা সকলে প্রধানতম বিচারালয়ে আপীল করিয়াছে, এক্ষণে সর বার্ণেস পিকক যাহা করেন। কিন্তু প্রজারা সর্ব্বস্বান্ত হইল। যাঁহারা তাহাদিগকে দৈনিক শ্রমজীবী করিবার ইচ্ছা করেন, তাঁহাদিগের মনোরথ পূর্ণ হইবার বিলক্ষণ সম্ভাবনা হইয়াছে। আমাদিগের আরো আত্যন্তিক দুঃখের হইতেছে, যে বঙ্গদেশীয় গবর্ণমেণ্ট এবিষয়ে উদাসীন রহিয়াছেন। নূতন লেপ্টনেণ্ট গবর্ণর কণ্ট্রাক্ট বিলের প্রস্তাব করিয়া যেমন শ্রীবৃদ্ধিকারী দলের অনুরাগ লাভ চেষ্টা করিয়াছিলেন, প্রজাদিগকে নীলকর মুখে সমর্পণ করিয়া কি সেইরূপ অনুরাগ লাভের চেষ্টায় আছেন? যদি তাঁহার সেই অভিসন্ধি হয়, তাহা দুরভিসন্ধি সন্দেহ নাই। প্রজাকে উৎসন্ন করিয়া কোন রাজা অথবা রাজপ্রতিনিধি কখন প্রতিষ্ঠা ভাজন হয়েন নাই। সার্ব্বকালিক ইতিহাস এবিষয়ে সাক্ষ্য প্রদান করিতেছে। লার্ড কানিঙ ভারতভূমিকে নির্দ্দোষ শোণিত দ্বারা প্লাবিত করিয়া শ্রীবৃদ্ধিকারীদিগের সন্তোষ সাধন চেষ্টা না করিয়া প্রজা রক্ষা করিয়াছিলেন, তাহাতে তিনি প্রতিষ্ঠাভাজন কি অপ্রতিষ্ঠাভাজন হইয়াছিলেন? সেই শ্রীবৃদ্ধিকারিরাই কি শেষে সেই লার্ড কানিঙের প্রশংসা গানে উন্মুখ হন নাই? কোন শ্রীবৃদ্ধিকারী কি গ্রাণ্ট সাহেবের ন্যায়পরতার অপলাপে সাহসী হইতে পারেন? জাক্সন সাহেব যে [illegible] ধার্য্য করিয়াছেন তাহা ন্যায়সিদ্ধ কি না বঙ্গদেশীয় গবর্ণমেণ্ট আড্‌বোকেট জেনরলের মত লইয়া অনায়াসে স্থির করিতে পারেন।

পরিশেষে বঙ্গদেশীয় গবর্ণমেণ্টকে আর একটী কথা জিজ্ঞাসা না ... প্রজাদের উপদ্রবের কথা ... হে না? জাক্সন ও [illegible] রিপোর্টের কি হইল? তাহা কি [illegible] মধ্যে থাকিয়া কীট দিগের [illegible] তাহা কি জন্য আজিও প্রকাশিত হইতেছে না? বীডন সাহেব কি মনে করেন [illegible] চক্ষে ধূলি মুষ্টি নিক্ষেপ করিয়া সকলকে ভুলাইয়া রাখিবেন? আমরা কি [illegible] দের কষ্টের বিষয় বিস্মৃত হইয়াছি? আমরা এক দিন ভাবিয়াছিলাম রিপোর্ট প্রকাশিত হইবে। কিন্তু কৈ তাহাকে হইল না। যদি আর কিছু কাল না হয়, [illegible] একবাক্য হইয়া সেই রিপোর্ট [illegible] আবশ্যক।

স্বার্থপরতা।

মনুষ্যমাত্রেই প্রায় স্বার্থপর। স্বার্থপরতা বর্ত্তমান সভ্যতা ও সাংসারিক ব্যাপারের একটী প্রধান অঙ্কুর। এই হেতুক স্বার্থপর ব্যক্তিকে দর্শন করিলে আমাদিগের বিস্ময় জন্মে না। সচরাচর [illegible] ব্যক্তিকেই স্বার্থসাধনার্থ ভিন্ন ভিন্ন [illegible] অবলম্বন করিতে দেখা যায়। কিন্তু যত সেই সেই ব্যক্তির সেই সেই স্বার্থ [illegible] দ্বারা পরের অনিষ্ট ঘটিত না হয়, [illegible] কেহ তাহার প্রতিবাদ করে না। কিন্তু [illegible] ন স্বার্থপরতা সর্ব্বসাধারণের অনিষ্টের হেতু হইয়া উঠে; যখন স্বার্থপর ব্যক্তি আপন অভীষ্ট সাধনার্থ নির্দ্দোষ ও নিরীহ ব্যক্তিকে উৎসন্ন করিবার চেষ্টা পায়, যখন সেই চেষ্টা সাধারণের হিত সাধন, দেশের গৌরব বর্দ্ধন ও সভ্যতার প্রবর্ত্তনা [illegible] ছল করিয়া করা হয়, তখনই স্বার্থপরতা একান্ত ঘৃণাস্পদ হইয়া থাকে, তখনই [illegible] লোক মাত্রেরই তাহার প্রতিবাদ করা [illegible] র্ত্তব্য। কয়েক মাসাবধি কয়েক জন [illegible] ভারির একটি স্বার্থপর অসৎ চেষ্টা দর্শন করিয়া আমাদিগের অন্তঃকরণে [illegible]

'রাছে। ইহাঁদিগের ইচ্ছা এই, রাবাদের সমুদায় রাজ্য গভর্ণমেন্টভুক্ত হয়, এবং তাঁহাদিগের রাজ্য লইয়া শ্রীবৃদ্ধিকারক নামধারিদিগকে বিভাগ করিয়া দেওয়া হয়। ভারতবর্ষের " শ্রীবৃদ্ধি " এই শব্দটি ইহাদিগের সবিশেষ সহায়তা করিতেছে।

পাঠকগণের স্মরণ থাকিতে পারে ফ্রেণ্ড অব ইণ্ডিয়া কয়েক মাস অবধি হায়দরাবাদের কর্ণেল ডেবিডসনের চরিত্রের প্রতি দোষারোপ করিয়া আসিতেছিলেন, তিনি উপস্থিত কর্ত্তৃপক্ষের কোপোদ্দীপন করিবার চেষ্টার ত্রুটি করেন নাই। তিনি বলেন, কর্ত্তা নবাব নূতন সম্মান চিহ্ন বাম হস্তে করিয়া লইয়াছেন; এবং কর্ণেল ডেবিডসন ভূতলে উপবিষ্ট হইয়া ইংরাজ জাতির অবমাননা করিয়াছেন। যদিও কর্ণেল ডেবিডসনের বন্ধুগণ এবং তিনি নিজে মৃত্যুকালে স্পষ্টাক্ষরে কহিয়াছেন, এ সকল মিথ্যা কথা, তথাপি উক্ত মহান তিরা বিরত হন নাই। জুনিয়স তদানীন্তন প্রধান সেনাপতি লার্ড গ্রাণবিলকে প্রথমতঃ গালি দেন, শেষে তাঁহার মৃত্যুর পর তাঁকে নির্দ্দোষ বলিয়া জানিতে পারেন, তাঁহার অতিশয় পরিতাপ হয়, কিন্তু আমাদিগের শ্রীবৃদ্ধিকারিদলের সে স্বভাব নহে। যে কারণে শ্রীবৃদ্ধিকারিরা কর্ণেল ডেবিডসনের ও হায়দরাবাদের নিজামের উপরে এত কুপিত, তাহা এক্ষণে আমরা জানিতে পারিয়াছি। তাহা এই:—

ওয়ারেণ হেষ্টিংস এতদ্দেশীয় রাজগণকে দাসত্ব শৃঙ্খলে বদ্ধ করিয়া রাখিবার জন্য সবসিডিয়ারি আলায়েন্স সৃষ্টি করেন। ইহার মূল তাৎপর্য্য এই, যে যে রাজার সহিত এরূপ সম্বন্ধ হইবে, তাঁহার রাজ্যে ইংরেজ সহস্র সৈন্য থাকিবে, ইংরাজ সেনাপতিগণ তাহার অধিনায়কত্ব করিবেন, তাঁহাদিগের বেতনের জন্য সেই রাজা আপন রাজ্যের কিয়দংশ ছাড়িয়া দিবেন। এই সকল সৈন্য থাকাতে রাজা বহিঃ শত্রুর উপদ্রব হইতে মুক্ত হইলেন বটে কিন্তু উহারা আবার প্রহরী স্বরূপ রহিল। নিজামের রাজ্যের বেরার প্রদেশ এই নিমিত্ত ছাড়িয়া দেওয়া হইয়াছে। তাঁহার সহিত এই বন্দোবস্ত থাকে যে সেনাগণের বেতন প্রভৃতি দিয়া যে টাকা উদ্বৃত্ত থাকিবে, তাহা তাঁহাকে প্রত্যার্পণ করা হইবে। কয়েক মাস হইল, যখন মধ্যভারতবর্ষে স্বতন্ত্র কমিসনর নিযুক্ত করিবার প্রস্তাব হয়, তৎকালে টেম্পল সাহেব নিজামের নিকটে প্রস্তাব করেন, বেরারের উদ্বৃত্ত টাকা নিজামকে না দিয়া দেশের শ্রীবৃদ্ধি সূচক রাস্তা প্রভৃতিতে ব্যয় করা হইবে, এবং পূর্ব্বে যেমন এই প্রদেশ রেসিডেন্টের হস্তে ছিল সেরূপ না থাকিয়া স্বতন্ত্র কর্ম্মচারির অধীনস্থ হইবে। ফলতঃ টেম্পল সাহেবের প্রকারান্তরে এই কথা বলা হইল যে বেরার প্রদেশটিকে তিনি তাহার নূতন কমিসনরির অন্তর্গত করিতে অভিলাষী হইয়াছেন। নিজাম ইহাতে অসম্মতি প্রকাশ করিলেন!

বেরার মহারাষ্ট্রীয়দিগের নিকট হইতে অনেক কষ্টে লওয়া হয়; ইহা তাঁহার পৈতৃক রাজ্য; অতএব পরিত্যাগ করিলে তাঁহাকে কেবল প্রজাগণের নিকটে নয় অন্য অন্য রাজগণের নিকটেও ঘৃণিত ও নিন্দিত হইতে হয়। এই সকল বিবেচনা করিয়া তিনি তাহা পরিত্যাগ করিতে সম্মত হইলেন না। পাঠকগণ! শ্রীবৃদ্ধিকারিদিগের কি অদ্ভুত দৃঢ় প্রতিজ্ঞতা দেখুন! তাহার পর গবর্ণমেণ্টকে বলা হইল, বেরারে ব্যয়োপযুক্ত আয় হয় না, সাধারণ ধনাগার হইতে অনেক টাকা দিতে হয়। কিন্তু অনুসন্ধান দ্বারা প্রকাশিত হইল, তথায় প্রায় এক কোটি টাকা আয় হইয়া থাকে। ব্যয় বাদে কয়েক লক্ষ টাকা উদ্বৃত্ত হয়। এ দিকে সোলাপুর বিনিময় করিয়া গবর্ণমেণ্ট নিজামের নিকট হইতে গোদাবরীর তটস্থিত

...কটি গ্রাম লইয়াছেন। বেরারের উদ্বৃ...
টাকা গোদাবরীর গর্ভ বৃদ্ধি করিবার নিমিত্ত...
কি নিয়োজিত হয়, ইহা টেম্পল সাহেব...
তাঁহার কয়েক জন শ্রীবৃদ্ধিকারি সহা...
ইচ্ছা ছিল। কিন্তু এখন আর বলপূর্ব্ব...
তাহা লওয়া সম্ভাবিত নয়। লার্ড কানিং...
বল প্রকাশের কাল অতীত করিয়া গি...
ছেন। বিশেষতঃ কর্ণেল ডেবিডসন নিজা...
মকে মনঃপীড়া দিতে অসম্মত হন, তাঁহা...
অনুরোধ অনুসারে গবর্ণমেণ্ট টেম্পল সা...
হেবের প্রস্তাব গ্রাহ্য করিলেন না। এ...
জন্য কর্ণেল ডেবিডসন ফ্রেণ্ড অব ইণ্ডিয়া...
দলের অপ্রিয়পাত্র হইলেন। ইতিমধ্যে...
নিজামের ষ্টার চিহ্ন গ্রহণে অসম্মতিক...
সুযোগ উপস্থিত হইল। আর কি? ক...
নি নিজামকে বিশ্বাসঘাতক, বিদ্রো...
প্রভৃতি উপাধি প্রদান করা হইল। কর্ণে...
ডেবিডসন অসার অপদার্থ ও স্বীয় কর্ত্ত...
কর্ম উপেক্ষাকারী প্রভৃতি বিশেষণ দ্বা...
নিক্ষেপিত হইতে লাগিলেন। তাঁহার...
র্ব্বের সাহস পৌরুষ প্রভৃতি সমুদায় ...
বিফল হইল।

ইহার অপেক্ষা স্বার্থপরতা আর ...
আছে? এক রাজা পৈতৃক রাজ্য পরিত্য...
করিতে অসম্মত হওয়াতে " শ্রীবৃদ্ধিকা...
দলের অভীষ্ট সিদ্ধ হইল না। ইহ...
ভুল; অপরাধ আর কি হইতে পারে...
রেসিডেন্ট বল পূর্ব্বক তাহা লইলেন ...
অতএব পদচ্যুতিরূপ দণ্ড বিধান দ্বার...
কি কেবল তাঁহার এ অপরাধের পরিশো...
হওয়া সম্ভাবিত হয়? শ্রীবৃদ্ধিকারিদলের...
অদ্ভুত স্বভাব। কর্ণেল ডেবিডসন যদি ...
পূর্ব্বক নিজামের রাজ্য লইতেন, এবং ...
লক বিদ্রোহ ঘটিত, তাহা হইলে ...
"স্বদেশের গৌরববর্দ্ধন, সাধারণের ...
কর্ত্তব্য কর্ম্ম সুন্দর রূপে সাধন করিয়া...
বলিয়া তাঁহার প্রশংসার সীমা থাকিত ...
তিনি অন্যায় করিয়া এক দুর্ব্বল ...
রাজার সর্ব্বনাশ করিয়া মনঃপীড়া ...

বলিয়া অভিহিত [illegible] হেন। আমরা [illegible] ইহাদিগের অভিপ্রায় বুঝিতে পা[illegible]লাম। বুদ্ধি বৃত্তির নিমিত্ত অধ্যয়ন ও অ[illegible]চার করিলে তাহা ইহাদিগের নিকটে [illegible] কর্ম্ম বলিয়া পরিগণিত হইয়া থাকে।

[illegible] কুলীন বৈদিক শ্রেণীর [illegible] কুলসম্বন্ধ প্রথা
পরিবর্ত্ত করা উচিত
কি না?

এই বিষয়ে শ্রীযুক্ত আনন্দচন্দ্র বেদান্ত[বাগীশ] একটী প্রস্তাব লিখিয়াছেন। প্রস্তা[ব]টী পাঠ করিয়া আমাদিগের হৃদয়ে যুগ[পৎ] [illegible] ও [illegible] উভয়ই উপস্থি[ত] হইল। [illegible] বিষয় এই, তিনি [illegible] অংশে চিরন্তন সংস্কারের বন্ধন [illegible] করিয়া প্রকাশ্য রূপে কুলক্রমাগত [illegible] প্রথার দোষোল্লেখ ও তৎপরি[ব]র্ত্তন চেষ্টায় সাহসবান্ হইয়াছেন। অন্য[ত্র খে]দের বিষয় এই, চিরন্তন কুসংস্কারের প্রাদুর্ভাব তাঁহার অন্তঃকরণকে সম্পূর্ণ রূপে পরিত্যাগ করে নাই। শাস্ত্র ও যুক্তি অনুসারে কুল সম্বন্ধের যত দূর পরিবর্ত্ত ক[রি]বার সম্ভাবনা আছে, এক কুসংস্কার প্র[ভা]বে তিনি তত দূর যাইতে পারেন নাই।

আমরা পূর্ব্বে একবার উল্লিখিত বৈদি[ক] শ্রেণীর কুলসম্বন্ধের বিষয় প্রসঙ্গ করিয়া[ছি]লাম, বোধ হয়, পাঠকগণের স্মরণ থা[কি]বে। এই শ্রেণীর [illegible] গর্ভে গর্ভে সম্বন্ধ হইয়া থাকে। [illegible] অশৌচান্তে (কন্যা [জন্মে]র এক মাস পরে) বাগ্দান ক্রিয়া [illegible] তিনি আপন কন্যার জন্মের [illegible] মধ্যে বাগ্দান করিতে [illegible] কেবল তাঁহার কৌলীন্য [illegible] হইবার শঙ্কা [illegible] এরূপ নয়, বৌদ্ধ [illegible] তাঁহার নিস্তার [illegible] [illegible] দূষিত হইবে না, হইতেই সম্বন্ধ [illegible] প্রথা [illegible] যে যে অনিষ্ট ঘটি[তেছে] তাহার [illegible] উল্লেখ করিয়া প্র[illegible] করিবার প্রয়োজন নাই, বু[দ্ধি]মান ব্যক্তিমাত্রেই তাহা অনায়াসে বু[ঝি]তে পারিতেছেন। ইহা একটী বি[ষম] বাল্যবিবাহ প্রথা। এদেশে বাল্যবিবাহ প্র[চ]লিত থাকাতে শরীর, সমাজ ও রাজনীতি সংক্রান্ত যে যে অনিষ্ট ঘটিতেছে, বৈদিক দিগের বাগ্দান প্রথায় সে সকলগুলি আছে। বিস্তারিত করিয়া সে সকলের উ[ল্লে]খ করা অদ্য আমাদিগের অভিপ্রেত নহে।

এক্ষণে প্রকৃত বিষয়ের অনুসরণ করা যাইতেছে। এক্ষণে যেরূপ প্রথা প্রচলিত আছে, বেদান্তবাগীশ তাহার পরিবর্ত্ত করিয়া এই করিতে চাহিতেছেন যে এখন যে মন অশৌচান্তে বাগ্দান হয় সেরূপ না হইয়া তিন বৎসরের পর সাত বৎসরের মধ্যে বাগ্দান হইবে। তিনি যে যুক্তির অনুসারী হইয়া এইরূপ নিয়ম করিতে চাহিতেছেন সে এই—

"আমাদিগের কুলসম্বন্ধ প্রথা এক্ষণে যে রূপে নিষ্পাদিত হইয়া থাকে, যদি তাহার কোন অংশ ক্রমশঃ শাস্ত্র বিরুদ্ধ রূপে পরিণত হইয়াছে কিম্বা মূলশাস্ত্র হইয়া উঠিয়াছে এমত বোধ হয়, তবে অবশ্যই স্বীকার করিতে হইবে যে সে অংশ পরিবর্ত্ত করিয়া বিশুদ্ধ ও শাস্ত্র সম্মত করা অত্যাবশ্যক। অতএব কন্যা পা[ত্রে]র কত বয়সে ও বিবাহের কত দিন পূর্ব্বে বাগ্দান করা কর্ত্তব্য তদ্বিষয়ে শাস্ত্রে কি নিয়ম আছে, তাহাই অনুসন্ধান করা [illegible]। [illegible] তাহার প্রমাণ [illegible] প্রাপ্ত হওয়া যায়, যথা,

[illegible] চূড়াস্য যত্র কন্যা বিপদ্যতে।
[illegible] শৌচং [illegible] সর্ব্ব বর্ণেষু নিত্যশঃ।
ততো বাগ্দান পর্য্যন্তং [illegible] মিষ্যতে।
অতঃ পরং প্রবৃদ্ধানাং ত্রিরাত্রমিতি নিশ্চয়ঃ।
বাক্প্রদানে কৃতে তত্র জ্ঞেয়ঞ্চোভয়তস্ত্র্যহং।
[illegible] চ [illegible] কর্ম্ম [illegible] হি॥

জন্ম দিন অবধি চূড়া কাল পর্য্যন্ত কন্যা মরণে সদ্যঃ শৌচ ইহা সর্ব্ব বর্ণেরই নিত্য সা[ধা]রণ বিধি। আর চূড়া অবধি বাগ্দান পর্য্যন্ত একাহ মাত্র অশৌচ। বাগ্দান অবধি [অ]র্থাৎ সংপ্রদান পর্য্যন্ত ত্রিরাত্র, ইহা নিশ্চয়। এই বাগ্দানের পর [illegible] ইহা পিতৃকুল ও বরকুল উভয়ত্রই [illegible] আর সংপ্রদানের পর কেবল [illegible] অশৌচ হয়।

যদিও এস্থলে বাগ্দানের কাল স্পষ্ট রূপে নিরূপিত নাই, তথাপি চূড়াকাল ও [illegible] দান কাল নির্ণীত হইলেই তাহার মধ্য যে বাগ্দানের কাল তাহা সুতরাং সিদ্ধ হইবে। অতএব চূড়া কাল নির্ণয়ে মনু [illegible] য়াছেন যথা,

চূড়াকর্ম্ম দ্বিজাতীনাং সর্ব্বেষামেব ধর্ম্মতঃ
প্রথমেহব্দে তৃতীয়ে বা কর্ত্তব্যং [illegible]

তথা, অমন্ত্রিকা তু কার্য্যেয়ং স্ত্রীণা[ম্]

সংস্কারার্থং শরীরস্য যথাকালং যথা[ক্রমম্]

ব্রাহ্মণের ও ক্ষত্রিয় বৈশ্য সকলের [illegible] বিধান হেতু ধর্ম্মতঃ প্রথম বর্ষে বা তৃতীয় চূড়া কর্ম্ম কর্ত্তব্য। আর স্ত্রীদিগের সংস্কারার্থ পূর্ব্বোক্ত যথাকাল ও যথা[ক্র]ম ক্রিয়া কলাপ অমন্ত্রক সম্পন্ন করিবেক।

আপস্তম্বের বচন যথা,

অথাতস্তৃতীয়ে বর্ষে চূড়াকরণমিতি [illegible]
অনেনস্তৃতীয় বর্ষে চূড়া করণ কর্ত্তব্যক
চূড়া কার্য্যা তৃতীয়াব্দঃ সর্ব্ব [illegible]
চূড়া কর্ম্ম তৃতীয় বর্ষেই সর্ব্ব গৃহ্য [illegible] সম্মত কাল।

এই সকল বচনে তিন বৎসর পর্য্যন্ত কাল নির্ণীত হইয়াছে এবং বিবাহের [illegible] তিতে অঙ্গিরসের বচনে নিরূপিত [আছে] যথা,

অষ্টবর্ষা ভবেৎ গৌরী নববর্ষা তু রোহিণী
দশমে কন্যকা প্রোক্তা অত ঊর্দ্ধং রজস্ব[লা]
তস্মাৎ সংবৎসরে প্রাপ্তে দশমে কন্যকা বুধৈঃ
প্রদাতব্যা প্রযত্নেন ন দোষঃ কালদোষতঃ

তথা, সপ্তসংবৎসরাদূর্দ্ধং বিবাহঃ [illegible] কালি[illegible]
কন্যায়াঃ শস্যতে রাজন্যথা ধর্ম্ম[illegible]

অষ্টবর্ষীয় কন্যাদানে গৌরীদান, [নব]বর্ষে রোহিণীদান দশমে কন্যাদানের [illegible], ইহার পরে রজস্বলা হয় অতএব দশ[ম] [বর্ষে] কন্যাকাল হইলেই যত্নপূর্ব্বক কন্যাদান করি[বে] তখন আর কালদোষ হইবেক না। আ[illegible]

...স। ...রে সর্ব্বকালেই কন্যার বিবাহ প্রশ... তিন অর্থাৎ তাহা হইতে উদ্বাম বয়সের ...দান করিলে ধর্ম্ম গর্হিত কার্য্য হয়। এইরূপ অন্যান্য বচনেও কি দিগের এই ... নির্ণীত হইয়াছে। অতএব যখন তিন ...র পর্য্যন্ত চূড়াকাল ও আট বৎসর অব... দশ বৎসর পর্য্যন্ত বিবাহকাল শাস্ত্রে বিহি হইল, তখন তিন বৎসরের পর সাত বৎ- ...পর্য্যন্ত যে কন্যার বাগ্দান কাল অগ্রবি...ত, তাহাতে আর কোন [illegible]

এক্ষণে আমাদিগের বক্তব্য এই, যে ...বাগীশ "অ.জন্মনস্তু চূড়ান্তং যত্র কন্যা ...বাতে।" ইত্যাদি শাস্ত্র প্রমাণ করিয়া ... বৎসরের পর সাত বৎসর পর্য্যন্ত বাগ্...রে কাল নির্ণয় করিবার চেষ্টা পাইয়া..., কিন্তু অনুধাবন করিয়া দেখিলে এ...না সুসঙ্গত হইতেছে না। চূড়ার পরই ...ান করিতে হইবে, উক্ত শাস্ত্র এ...র্থ স্ফুরিতেছে না। তবে, যে অনিষ্টের ...বারণ চেষ্টা হইতেছে, ইচ্ছা করিয়া সে ...নিষ্টে পড়া কেন? প্রস্তাব লেখক কুসং...ারের প্রাদুর্ভাব হইতে যে সম্পূর্ণরূপে মুক্ত ...ইতে পারেন নাই, এচেষ্টাটী তাহারই ফল। ...বন অশৌচান্তে বাগ্দান না হইলে যেমন ...ঞ্ঝা ও কষ্ট উপস্থিত হয়, সপ্তম বর্ষেও ...সেই রূপ হইবে, তাহার পর দশম বর্ষের ...ধ্যে বিবাহ ক্রিয়া সম্পন্ন করিবার কষ্ট; ...এত কষ্ট স্বীকারের প্রয়োজন কি? বিবাহের ...ই এক মাস পূর্ব্বে বাগ্দানের নিয়ম ক...রিলে শাস্ত্র ও যুক্তি উভয়ই অব্যাহত ...াকে, অথচ একটী নিয়ম কষ্টকর শাস্ত্র, ...োক ও যুক্তি বিরুদ্ধ বন্ধন হইতে মুক্তি ...াভ হয়। যাহাতে এত লাভ, তাহাই ...রা কি কর্ত্তব্য নয়?

বেদান্তবাগীশ দ্বিতীয় পাত্রে কন্যা...নের যে প্রস্তাব করিয়াছেন, আমরা ...কাঁড়ংকরণে তাহার অনুমোদন করিতে ...ি। দ্বিতীয় পাত্র স্বীকার না করিলে কুল ...ক্ষয়ে [illegible] পরিবর্ত্ত হইবার সম্ভাবনা নাই। এস্থলের আর একটী কথা আমাদিগের নিতান্ত অরুচিকর হইতেছে। প্রস্তাব লেখক কৃতদার পাত্রে কন্যাদানের অনুমোদন করেন নাই। অন্য অন্য শ্রেণীর লোকেরা কৃতদারপাত্রে যে কন্যাদান করিতেছেন, তাহা কি অসিদ্ধ ও অধর্ম্ম্য হইতেছে? বৈদিকশ্রেণীর মধ্যেও কি কৃতদার পাত্রে কন্যাদান প্রথা নাই? কৃতদার পাত্র স্বীকার না করিলে সম্পূর্ণ রূপে কৃতার্থতা লাভ সম্ভাবিত নহে।

যেরূপে কার্য্য করিলে কৃতকার্য্য হইবার সমধিক সম্ভাবনা আছে, প্রস্তাব লেখক তাহারও উদ্ভাবন করিতে পারেন নাই। কেবল বিনয় বাক্যে বৈদিকদিগকে এই বিষয়ে প্রবৃত্তিবিধান করিবার অনুরোধ করিলে অভীষ্ট সিদ্ধির সম্ভাবনা নাই। যে হৃদয় কুসংস্কার দ্বারা একান্ত উপহত হইয়া নিতান্ত শুষ্ক ও কঠিন হইয়া উঠিয়াছে, তাহাতে কখনই এই অনুরোধ ও বিনয় বাক্য প্রবেশ লাভ করিবে না। তাদৃশ কুসংস্কারাপন্ন [illegible]গের একবাক্য হইবার সম্ভাবনা কি? কুলসম্বন্ধকে যাহারা বলিয়া যাহাদিগের দৃঢ়তর সংস্কার জন্মিয়াছে, তাঁহারা নিজে নিজে কর্ম্ম আরম্ভ করুন, আপন আপন কন্যার বিবাহ দিবার অব্যবহিত পূর্ব্বে বাগ্দান করিবেন, প্রতিজ্ঞারূঢ় হউন। প্রচলিত কুলসম্বন্ধ পরিবর্ত্ত করিবার চেষ্টা বিধবাবিবাহাদি প্রচলিত করিবার চেষ্টার ন্যায় দুরূহ নহে। এরূপ গর্হিত ব্যবহার অন্য কোন শ্রেণীর নাই। ইহা শাস্ত্র ও যুক্তি উভয়েরই অননুমোদিত। ইহা পরিবর্ত্তিত হইলেই শাস্ত্র ও যুক্তি উভয়ের রক্ষা হয়। এ কুৎসিত সম্বন্ধ পরিবর্ত্তিত করিলে ব্রাহ্মণ্য হইতে হীন হইবার অথবা জাত্যন্তর [illegible] সম্ভাবনা নাই; কৌলীন্য পদও অবিকৃত থাকিবে, অথচ এই কুৎসিত প্রথা প্রচলিত থাকাতে যে যে মহত্ অনিষ্ট ঘটিতেছিল, তাহা হইতে নিষ্কৃতি হইবে। যে কার্য্যে [illegible]গণ, যেহেতু [illegible] কুলবিদ্যোরা যে [illegible]নুসরণে অগ্রসর হইতেছেন না, ইহা সামান্য ক্ষোভ ও বিস্ময়ের বিষয় নহে। [illegible] বিদ্যোরা আর কতকাল অমূলক অহিতকর লোক ভয়ে ভীত হইয়া আপনাদিগের কাপুরুষতা প্রকাশ এবং স্বশ্রেণীর ও স্বদেশের কলঙ্ক করিবেন?

প্রার্থনা বিষয়ক প্রবন্ধ।

(গত বারের শেষ।)

জগদীশ্বর আপনার প্রতিষ্ঠিত নিয়ম লঙ্ঘন করিয়া আমাদিগের প্রার্থনা গ্রাহ্য করেন, এরূপ বিশ্বাস [illegible] প্রার্থনা করিবার [illegible] আমরা যখন [illegible] প্রার্থনা করি, প্রার্থনা [illegible] আমরা যখন তাঁহার [illegible] কীর্ত্তন করি, তাঁহার নিকট আমাদিগের কৃতজ্ঞতা ও অনুতাপাদি প্রকাশ করি, তাঁহাকে আমাদিগের পরম সুহৃৎ জ্ঞান করিয়া প্রার্থনা [illegible] যখন তাঁহার নিকট আমাদিগের [illegible] ব্যক্ত করি, তখন আমাদিগের প্রার্থনা পূর্ণীত হইলে কিপ্রকারে তাঁহার নিয়ম চক্র [illegible] হইবে? [illegible] পিতা[illegible] গুণকীর্ত্তন করা, তাঁহার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করা [illegible] তাঁহার সন্নিধানে উক্ত কার[illegible] প্রদর্শন করিয়া প্রার্থনা করিতে কোন আপত্তি উত্থাপন করা কখনই সঙ্গত নহে; কিন্তু ধর্ম্মবলের জন্য প্রার্থনা করিতে প্রার্থনাবিরোধির[illegible] আপত্তি উত্থাপন করিয়া থাকেন। তাঁহারা বলেন, [illegible] গুণগান করিলে, তাঁহার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিলে, তাঁহা[illegible] [illegible] কোন ধর্ম্মবলের জন্য [illegible]

প্রথা...বিবয়ে প্রবৃত্ত হইয়ে থাকেন / এক্ষণে তবে আমি ... তাঁহার আর্যদের ... [illegible] ... প্রার্থনা ... [illegible] ... ধর্মবলের জন্য প্রার্থনা ... [illegible] ... আমি ... করিতেছি যে তাঁহার ... [illegible] ... প্রার্থনা ... [illegible] ... প্রার্থনা করিতে ... [illegible] ... তখন তাঁহারা আমাদের ... [illegible] ... ঈশ্বরের সমীপে ... [illegible] ... নিকট ... [illegible] ... ধর্মবল বৃদ্ধি ... [illegible] ... প্রার্থনা ... [illegible]

... কি বিশেষ ... [illegible] ... মুক্তি ... [illegible] ... কি বিশেষ প্রতিজ্ঞা দ্বারা ... [illegible] ... আমরা রক্ষিতে পারি না, ... আপনারাই বলিবেন যে ... অসৎ প্রবৃত্তিরোধ করিতে অধাবকার সাক্ষাৎ সাধনোপকরণ ... দীর্ঘকাল ... দিগকে ধর্মপথে স্থির ভাবে রাখিবে, কোন বিষয়ে ... আক্রমণ হইতে পরিত্রাণ করিতে আমরা যখন বলহীন হই তখন কি আমরা আপনা অথবা অন্য কাহারও নিকটে ... না কাহার সাহায্য প্রার্থনা করিব? তখন ঈশ্বর ব্যতীত আর কাহার সমীপে সাহায্য প্রার্থনা করিতে পারি? ... ব্যক্তিদিগের ... ঈশ্বর? তখন সেই নিরাশ্রয়ের আশ্রয় সেই বলহীনের বল, সেই পিতামাতাহীনের পিতামাতা ব্যতীত আর কাহার সাহায্য প্রার্থনা করিব? তখন তিনি ব্যতীত আর কে আমাদিগের মনে বল প্রদান করিবেন? সে সময়ে আমাদিগের আত্মাদিগের ... সমান হইয়া তাঁহার নিকট প্রার্থনা করিলে কোথা হইতে যেন আমরা বল প্রাপ্ত হই, কেহ যেন আমাদিগের মনের দুর্বলতা দূর করিয়া দেন, আমাদিগের অন্তর বিশুদ্ধ সলিলে ধৌত করিয়া দেন।

ব্রাহ্মেরা অন্যের আত্মোন্নতির জন্য প্রার্থনা করিয়া থাকেন। প্রার্থনা ... বান্ধিকা বলিতে পারেন ... ধর্মাত্মগণ আচরণে ... না হইয়া ধর্মবলের জন্য প্রার্থনা করিলে সে প্রার্থনা যখন ... হয় না তখন অন্য যে ধর্মাচরণে প্রবৃত্ত আছে কিনা তাহা না জানিয়া কিপ্রকারে তাহার ধর্মবল বৃদ্ধিহেতু প্রার্থনা করা যাইতে পারে? যদিও আমরা জানিতে পারি যে সে ব্যক্তি কর্তব্য সাধনে যত্নবান আছে তথাপি তাহার ধর্মবল বৃদ্ধি হেতু আমাদিগের প্রার্থনা করিবারই বা কি প্রয়োজন? পরমেশ্বরের নিকট কি পাপি, কি পুণ্যাত্মা সকলেরই প্রার্থনা করিবার সমান অধিকার আছে; তাঁহার নিকট অনুত্রাণ করিতে, অনুতের জন্য ক্রন্দন করিতে ও ... করিতে সকলেই ... হয়েন। তবে অন্যের জন্য তাঁহার নিকট ... প্রার্থনা করিবার প্রয়োজন কি? ... স্বীকার ... অন্যের জন্য ... না করিবার বিশেষ ... [illegible] ... বন্ধুর বিষয়ের ... [illegible] ... দৃষ্টি করিয়াছেন ... প্রেম বৃদ্ধি ... [illegible]

... প্রকাশ করিয়াছেন ... উল্লেখিত ... আমাদিগের নিজ ... করিয়া কি ... [illegible] ... বলিয়া থাকি যে ... দেশের ... কত দিনে ... মনকে তোমার প্রেম সুধা পান ... হইবে। ... উপস্থিত হইবে, এই প্রার্থনা দ্বারা ... ঈশ্বরের ... আর কিছুই ... না, যখন কোন ব্যক্তিকে ... হইতে দেখি ... তখন আমরা ... করিয়া ... [illegible] ... হইতে হয়। ... তোমার ... হইবে ... প্রার্থনা ... যত্নবান ... [illegible] ... সে প্রার্থনায় আমাদিগের ... আর কিছু ... এক জন ... প্রার্থনা ... [illegible] ... তোমার ... [illegible]

মধ্যেকস যেন বৃথা না [illegible] করিয়াছি যে [illegible] [illegible] রূপে ঈশ্বরের [illegible] [illegible] বৃষ্টি হয় না।

আমরা [illegible] [illegible] প্রার্থ [illegible] না, [illegible] [illegible] [illegible] আমরা [illegible] [illegible] পারি না। [illegible] [illegible] এক ভার হয়। [illegible] অবস্থায় এক জন ব্রাহ্ম [illegible]ছিলেন। হে পতিতপাবন! [illegible] অন্তঃকরণে তোমার উজ্জল [illegible] কর তাহাদিগের বীর্য্যহীন [illegible] কর তাহাদিগকে তোমার প্রেমোৎ[illegible] করাও। প্রার্থনা [illegible]দিগের [illegible] এক বিষয়ের উল্লেখ করিতেছি [illegible] [illegible] পরমেশ্বর সর্ব্বত্র বিরা[illegible]দিগের অন্তরে, বাহিরে সর্ব্ব[illegible] স্থানে কোন বস্তুতে [illegible] তিনি অবিদ্যমান নাই অথচ [illegible] সর্ব্বান্তর্যামি সর্ব্বেশ্বর একবার [illegible] অর্থাৎ — কর তোমার [illegible] মূর্ত্তি অন্তরে [illegible] করিলা [illegible] [illegible] এরূপ প্রার্থ[illegible] তাৎপর্য [illegible] যে উৎকৃষ্ট সাংসারি[illegible] আর [illegible] [illegible] লাভ [illegible] সমর্থ [illegible] না [illegible] আমাদি[illegible] হেতু তাহাকে অন্তরে দেখিতে [illegible] উক্তরূপে প্রার্থনা করিয়া থাকি প্রার্থ[illegible] প্রীতি বৃদ্ধি [illegible] হইলে তাহার [illegible] করি।

বিবিধ সংবাদ।

১৭ই ভাদ্র সোমবার।

[illegible]পুর হইতে এক জন লিখিয়াছেন [illegible] [illegible] একটী অদ্ভুত মকদ্দমা উপস্থিত হইয়া[illegible] মাস হইল এক ব্যক্তি এক স্ত্রীর [illegible] কিন্তু তাঁহার শাশুড়ী এক্ষণে [illegible] অস্বীকার করিতেছে, কন্যাটির [illegible] সুন্দর হইবেক [illegible] [illegible] [illegible] ডেপুটি মাজিষ্ট্রেট এই [illegible] [illegible] বাদিদের জবানবন্দী [illegible] [illegible] করিয়াছেন। এক্ষণে [illegible] বাবু নদীয়া[illegible] [illegible] করিয়া বিবাহ

হওয়া [illegible] [illegible] এই [illegible] ও উহার [illegible] [illegible] [illegible] [illegible] বুঝিতে পারিলাম না। [illegible] [illegible] এ একটি উপদ্রব

[illegible] সম্প্রতি একটী ভয়ানক অগ্নি লাগ হইয়া প্রায় ৭০টী বাটী ও বিস্তর সম্পত্তি বিনষ্ট হইয়াছে।

ব্যবস্থাপক সভার পূর্ব্বতন সভ্য রিকে[illegible] সাহেবের মৃত্যু হইয়াছে। সিবিলিয়ান দিগের মধ্যে তিনি এক জন [illegible] লোক ছিলেন।

টাইমস পত্রের বিখ্যাত পত্রপ্রেরক ডাক্তার রসেল উক্ত পত্রের ভারতবর্ষ সংক্রান্ত বিষয়ের সম্পাদক হইয়াছেন। [illegible] প্রধান পত্রে অতঃপর ভারতবর্ষের বিষয় যথার্থ রূপে বর্ণিত ও বিবেচিত হইবে সন্দেহ নাই।

মহানদীর বাঁধ ভাঙ্গিয়া পুনর্ব্বার জল প্লাবন হইয়াছে। তিন বৎসর কাল ভাঙ্গিতে যে অর্থ ব্যয় হইয়াছে তাহার কি ফল হইল?

গত কল্য বহু বাজারের নিকটে এক ব্যক্তির উপর দিয়া একখানি গাড়ি যাওয়াতে তাহার প্রাণ বিনষ্ট হইয়াছে।

বিবিজান[illegible] এক বারাঙ্গনার হঠাৎ অকালে মৃত্যু হইয়াছে। সে স্বয়ং খাইয়াছে অথবা কেহ তাহাকে খাওয়াইয়াছে তাহা স্থির হয় নাই। [illegible] [illegible] এই সকল পাপের সংখ্যা ক্রমশঃ বৃদ্ধি হইতেছে।

[illegible] হিন্দুস্থানী বলেন, অযোধ্যার [illegible] সংখ্যা অধিক হইবে। ইহাতে [illegible] বাহিরে তাহাদিগকে [illegible] [illegible] [illegible] দেখা যাইবে। [illegible] [illegible] অনুমান করেন [illegible] [illegible] [illegible] হইবে, কারণ তথায় অধিক [illegible] [illegible] [illegible] বা [illegible] [illegible] [illegible] হয় তজ্জন্য কমিসনর পূর্ব্বোক্ত [illegible] করিয়াছেন

[illegible] [illegible] সংবাদ [illegible] [illegible] তথায় [illegible] রোগের আবির্ভাব হইয়াছে। [illegible] [illegible] [illegible] [illegible] উক্ত [illegible] [illegible] [illegible] [illegible] পরিশ্রম পূর্ব্বক [illegible] [illegible] করিতেছেন।

[illegible] ন্যায় [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] এই সকল [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] নীলকরদিগের [illegible] [illegible]। [illegible] সাহেবকে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ও [illegible] [illegible] [illegible] [illegible] উপস্থিত হইয়াছিল। গত শনিবারের [illegible] [illegible] [illegible] [illegible] প্রকাশ করিয়াছেন তাঁহাদিগের এ [illegible] কোন কারণ নাই। [illegible] [illegible] হইবেন তাহারা ক্রমশঃ উক্ত পদ প্রাপ্ত হইবেন। কালে এই রূপ দেখিতে পাওয়াই বড় সুখের বিষয় হয়।

সেনাপতি [illegible] [illegible] [illegible] [illegible] বাসিদিগকে [illegible] [illegible] এই [illegible] করিয়াছেন, এক কালে [illegible] [illegible] তাহাদিগের যাবতীয় [illegible] পূর্ণ অধিকার করিয়া লওয়া কর্ত্তব্য। আর স্থানে স্থানে এরূপ সেনা রাখিতে হইবে যে তাহারা [illegible] [illegible] কোন উপদ্রব করিবার চেষ্টা [illegible] [illegible] অর্থাৎ তাহার [illegible] [illegible] [illegible] [illegible] প্রস্তাব সন্দেহ নাই [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] হইতে সংবাদ [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] নিষ্পত্তি করিতে নির্দ্ধারণ করিয়া [illegible] সাহেবের [illegible] [illegible] প্রকার আশা হইয়াছে। উহাদের [illegible] পর তাহারা উহার [illegible] বিচার করিতে পারেন?

[illegible] সভায় [illegible], [illegible] তুল্য উচ্চ বলিয়া বিবেচিত [illegible]।

[illegible] শ্রবণ করিয়াছেন [illegible] নাম [illegible] এক [illegible] প্রবাস [illegible] নীলামে বিক্রীত হইবে।

[illegible] শ্রবণ করিয়াছেন, [illegible] [illegible] নামক সভায় [illegible] [illegible] হইলে মহাসমারোহে [illegible] বোম্বাই এ উক্ত [illegible] [illegible] করিয়াছেন। [illegible] হইবেন বলিয়াছেন। [illegible] [illegible] কর্ত্তাকর্ত্তা [illegible]

[illegible] একজন পত্রপ্রেরক বলেন [illegible] আফিসের প্রধান কেরাণী অনেকের [illegible] কিছু কিছু [illegible] করি[illegible]। বঙ্গদেশীয় বাবুরা এপ্রকার বাহির [illegible]।

[illegible] বলেন লাহোরে [illegible] হইয়াছে। অমৃতসরেও এই রোগ [illegible]।

৮ই ভাদ্র মঙ্গলবার।

[illegible] ইউরোপীয় সৈনিক পুরুষ [illegible] [illegible] পাইয়া তৎসমুদায় [illegible] [illegible] সহায়তার জন্য প্রদান [illegible]। [illegible] বদান্যতা।

[illegible] প্রকার টাকা বাহির হইয়াছে [illegible] বৎসর অবধি প্রচলিত হইবে [illegible] [illegible] নোটের ন্যায় ইংলণ্ডের [illegible] [illegible] এক টাকা, তারতম্য ১৮ ২২ [illegible] একটি [illegible]। [illegible] টাকা দেখিতে সুশ্রী বটে। কিন্তু [illegible] [illegible] এ [illegible] লিখিত হইল না, [illegible] আমরা বুঝিতে পারিতেছি না।

[illegible] একটি [illegible] হই[illegible]। তত্রত্য [illegible] রাজপুত্র ও [illegible] তথায় বাস করিয়া [illegible] [illegible]।

[illegible] ব্যক্তি [illegible] মারিয়া [illegible] [illegible] হইয়াছে।

[illegible] সাহেব [illegible] এক জন [illegible] [illegible]

[illegible]র প্রতিনিধি [illegible] হইবেন।

[illegible] ব্যক্তি [illegible] [illegible] সম্পাদকের নামে নালীশ করেন, তিনি [illegible] টাকা ক্ষতিপূরণ ও অধিক [illegible] আদায় লইয়াছেন। [illegible] নালীশ কি হইল?

বাঙ্গালী সম্পাদক [illegible] প্রতি [illegible] করিয়াছেন। তাঁহার প্রধান [illegible] এই আমাদিগের দেশের [illegible] [illegible] [illegible] পৈতৃক সম্পত্তির সমান অংশ [illegible] বঞ্চিত হইতে উচিত নহে। [illegible] [illegible] [illegible] নিতান্ত [illegible] কর। আমাদিগের দেশের প্রধান লোকের মত না হইলে [illegible] [illegible] নয়। কিন্তু [illegible] ব্যক্তির [illegible] মত করিবার চেষ্টা পাওয়া উচিত।

[illegible] অবগত করিয়াছেন, আমাদের রাজা [illegible] অবলম্বন করিয়াছেন।

উত্তরপাড়ার বাবু [illegible] [illegible] আরএক খানি পত্র প্রকাশ করিয়াছেন। তিনি পুনর্ব্বার ইংলণ্ডীয় লোকদিগের [illegible] ও দেশীয় ব্যক্তিদিগের প্রতি [illegible] [illegible] কথা লিখিয়াছেন। ইংলণ্ডের অধিকাংশ লোকের নিজ [illegible] বাটী নাই বলিয়া তিনি আক্ষেপ প্রকাশ করিয়াছেন।

[illegible] [illegible] [illegible] [illegible] লিখিয়াছেন, [illegible] নিকটে [illegible] [illegible] আমীর [illegible] [illegible] করিয়া পর [illegible]। আমীরের বিস্তর সৈন্য ও কয়েক [illegible] ও সেনাপতি [illegible] হওয়াতে তিনি [illegible] পড়িয়াছেন।

এক্ষণে অনুমান করা হইতেছে কলিকাতার [illegible] ৮১ লক্ষ টাকা ব্যয় হইবে। পূর্ব্বে [illegible] টাকার অনুমান করা হয়। কলিকাতাবাসীদিগের বিশেষ করিয়া জানা [illegible] ঐ ৮১ লক্ষ পরিমাণে বাড়াতে [illegible] [illegible] তাহার দায়ী হইবেন কে?

পূর্ব্বে [illegible] বোম্বাই [illegible] জাহাজ কোম্পানির জাহাজে [illegible] হইতে করাচিতে ডাক প্রেরণ করিতেন। সম্প্রতি [illegible] [illegible] কোম্পানি [illegible]। পূর্ব্বোক্ত কোম্পানির [illegible] [illegible] টাকা [illegible] [illegible]।

[illegible] প্রসাদের [illegible] [illegible]। [illegible] [illegible] একটি [illegible] [illegible] বাহির হয় নাই। [illegible] তাঁহার [illegible] তাঁহার [illegible] পীড়া নাই।

[illegible] অব ইণ্ডিয়া বলেন, [illegible]

[illegible] বাবু [illegible] [illegible] একটি [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] করিয়াছেন। [illegible] [illegible] [illegible]।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] কয়েক ব্যক্তি [illegible] বাহির হইয়াছে। [illegible] [illegible] [illegible] হইয়াছে।

ইংলণ্ডে [illegible] একটি [illegible] [illegible] বিধবারা [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] থাকে। এই [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]। [illegible] [illegible] [illegible] একদেশীয় [illegible] [illegible] সভাব [illegible] একটি [illegible] [illegible] এক [illegible] বিধবাবিবাহ।

১২ই ভাদ্র বুধবার [illegible]

[illegible] [illegible] [illegible] প্রত্যাগমন করিবেন। [illegible] হইতে [illegible]

[illegible] [illegible] [illegible] অনেক [illegible] [illegible] করিয়াছেন [illegible] [illegible] [illegible] [illegible] ২৪, অতএব [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] না।

[illegible] ও [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] হইবার [illegible] [illegible] [illegible] [illegible] হইতে [illegible]।

বোম্বাই হইতে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

পূর্ব্ব প্রবণ ও উত্তমরূপে অংশিকার আজ্ঞা দিয়াছেন।

হিন্দুপত্র বলেন আমেরিকার যুদ্ধ হওয়াতে বোম্বাইয়ের বণিকেরা অন্য যাবতীয় বণিক অপেক্ষা অধিক লাভ করিয়াছেন। উঁহারা [illegible]ের আহতদিগের নিমিত্ত ১০০০০ টাকা দিয়াছেন।

[illegible] প্রিচার্ড [illegible] কাপ্তেন প্রিচার্ড [illegible] সংবাদ পত্রে লিখিয়াছেন মেজর [illegible] পরবশ হইয়া ইউনাইটেড [illegible] প্রধান সেনাপতির মিথ্যা কথা [illegible] আজ্ঞা তাহা প্রধান সেনাপতির [illegible] ছিলেন। উক্ত মুদ্রই বালকণ্ঠ [illegible] য়াছে।

[illegible] গেজেট বলেন তত্রত্য লেপ্টেনান্ট [illegible] ডি. স্মিথ ১৫০০০ বিঘা পতিতভূমি [illegible] কৃত আজ্ঞাপত্রের নিমিত্ত [illegible] ন। সকল স্থানে পতিত [illegible] হইতেছে। বঙ্গদেশে কিছুদিবস [illegible] লাণ্ডই লাণ্ডে প্লান্টার (নীলকর) [illegible] ভারতবর্ষের দুরবস্থার মূল [illegible]।"

[illegible] অব ইণ্ডিয়ার উদ্ধৃত "পুনা [illegible] পত্রের এক প্রস্তাবে লিখিত ইউরোপীয় বন্দীগণকে লৌহ শৃঙ্খলে বদ্ধ করা হয় না! এ বিষয়ে জাতিভেদ [illegible] ন্যায়। সকল বিষয়ে আছে, ইহাতেই কেবল বাকী?

সুধাকরপ্রকাশের এক জন পত্র প্রেরক বলেন, লর্ড ক্যানিঙের মৃত্যু শ্রবণ করিয়া [illegible] তাঁহার শিষ্যেরা তদীয় কৃত্য ও সদাশয় [illegible] তিন দিবস শোকবস্ত্র পরিধান করিতে আজ্ঞা দিয়াছিলেন। ইতি পূর্ব্বে কোন এতদ্দেশীয় রাজা এক জন ইংরাজ রাজনীতিজ্ঞের জন্য প্রকাশ্যরূপে শোক প্রকাশ করেন [illegible]। কয়েক মাস পূর্ব্বে শ্রীরামপুরের মহাম [illegible] লিখিয়াছিলেন এশিয়ার লোকেরা যাহাকে ভয় করে তাহাকেই ভাল বাসে। ইহাতে কি প্রকাশ পায়?

ইন্দুপ্রকাশ বাবু রমাপ্রসাদ রায়ের বিষয়ে একটি উৎকৃষ্ট প্রস্তাব লিখিয়া যথেষ্ট প্রশংসা করিয়াছেন। মহারাষ্ট্রীয় পত্রের মধ্যে ইন্দুপ্রকাশ সর্ব্বপ্রধান। কিন্তু তত্রত্য প্রায় সকল পত্রই ক্ষীণ বোধ হইতেছে।

পুনা অবজার্বারের এক জন সংবাদদাতা বলেন বাইবল [illegible] সাত বোতল ছাপাইট কালির [illegible] হইয়াছে। মধ্য ভারতবর্ষ ও [illegible] বিদ্রোহসূচক পত্র ও ছাপাইট [illegible] টাকা রক্ষিত হইয়াছে।

উক্ত পত্রের আর এক জন সংবাদদাতা বলেন সোলাপুরের নিকটে দস্যুরা গবর্ণমেণ্টের ১১০০০ টাকা লুট করিয়াছে, এদিকে মাদ্রাজের গবর্ণরের প্রাইবেট সেক্রেটারি ও প্রধান বিচারপতির মৃত্যু হইয়াছে।

মিলিটেরির এক জন পত্র প্রেরক বলেন ৩১এ আগষ্ট সন্ধ্যার সময়ে [illegible] ইউরোপীয় সেনাদলের [illegible] এক জন সামান্য সৈনিক আপনার বন্দুক দ্বারা এক ব্যক্তির প্রাণ নষ্ট করিয়াছে। তৎক্ষণাৎ পুলিস প্রহরিরা তাহাকে ধরিবার চেষ্টা পায়, কিন্তু সে পলায়ন করে। অবশেষে সে শিবিরে ধৃত হইয়াছে।

উক্ত পত্রের আর এক জন পত্র প্রেরক বলেন সম্প্রতি ভাগলপুর হারবরের নিকট দুই জন নাবিক এক বাষ্পীয় জাহাজের নিকটে যাইবার সময় জলমগ্ন হইয়াছে।

২০এ ভাদ্র বৃহস্পতিবার।

উত্তর পশ্চিমাঞ্চলের একখানি সংবাদ পত্রে লিখিত হইয়াছে আলাহাবাদের ১৮ ক্রোশ দূরে কয়েকটি গ্রামের লোকে অদ্যাপি ও উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহ ঘটনা হইয়াছিল একথা শুনে নাই। কর্ণওয়ালে একজন কৃষক কখন ওয়েলিংটনের নাম শ্রবণ করে নাই, পল্লীগ্রামস্থ লোকদিগের, বিশেষতঃ যেস্থলে সংবাদ পত্র নাই এপ্রকার অনভিজ্ঞতা দর্শন আশ্চর্য্যের বিষয় নহে। কিন্তু আশ্চর্য্যের বিষয় এই যে অনেক মহামতি আজিও বলিয়া থাকেন, ১৮৫৭ অব্দের বিদ্রোহে সমুদায় ভারতবর্ষ লিপ্ত ছিলেন।

হরকরা ও ইংলিসম্যানে ক্রমশঃ হাতাহাতি হইবার উদ্যোগ হইতেছে। ইংলিসম্যান ও হরকরার নামে মিথ্যাবাদী বলিয়া নালিশ করিয়াছেন। এক্ষণে উভয়ে উভয়ের বিপক্ষে যে সকল প্রস্তাব লিখিতেছেন তাহাতে পুলিসের হস্তার্পণ করা অসঙ্গত নহে।

প্রধানতম বিচারালয়ে স্ত্রীর স্বামী পরিত্যাগ ও স্বামীর স্ত্রী পরিত্যাগ বিষয়ক মোকদ্দমার বিচারার্থ বিচারালয় হইবে। সর ম[illegible] উইলস প্রাড্‌বিবাক হইবেন। [illegible] এবার দীর্ঘ দীর্ঘ বক্তৃতা শ্রবণ করিব।

কটকের কমিসনর সের সাহেব সম্বলপুরের কয়েকজন বিদ্রোহীকে ক্ষমা করাতে গবর্ণমেণ্ট তাঁহাকে অনধিকারানুবর্ত্তিতা দোষের জন্য ভর্ৎসনা করিয়াছেন। কিন্তু আমরা [illegible] ক্ষমা করাই শান্তি রক্ষার প্রধান উপায়।

মরিসসে একটি মন্দির স্থাপিত হইয়াছে কিন্তু অনেক কুলি খ্রীষ্টীয় ধর্ম্ম অবলম্বন করিতেছে।

সেও সাহেবের উপর এতদ্দেশীয় সর্ব্বসাধারণের বিশ্বাসের একটি বিশেষ প্রমাণ পাওয়া যাইতেছে। তিনি পদ ত্যাগ ক[illegible] এই সংবাদ প্রচারিত হইবামাত্র সর [illegible] কমিয়া যায় কিন্তু তিনি প্রত্যাগমন করেন এই সংবাদে মূল্য বৃদ্ধি হইয়াছে [illegible] কাগজ ১০৩ টাকায় বিক্রীত হই[illegible]

করাচি ও হায়দ্রাবাদের মধ্যে সমুদ্র [illegible] কয়েকটি আগ্নেয়পর্ব্বত আছে [illegible] ডাক্তর জানসন দর্শন করিয়া এক [illegible] প্রকাশ করিয়াছেন। এই পর্ব্বত হইতে উক্ত কর্দ্দম বাহির হয়। [illegible] জুয়ারের সময়ে ইহার জোর অধিক হয়।

লাহোর ক্রনিকেল এক পত্র দ্বারা [illegible] হইয়াছেন সর জেম্‌স [illegible] ব্যবস্থা ও আইন সংক্রান্ত সভা [illegible] হইতে পারেন। সর চারলস উড [illegible] সিভিল [illegible] কর্ম্ম লইতে উৎসুক আছেন। এ[illegible] জন লোকের দ্বারাই ভারত শাসনের বিশেষ [illegible] হয়! কিন্তু তাঁহাদিগের আগমন অসম্ভব।

২৫এ আগষ্ট সর বার্টল ফ্রিয়ার পুনরে এক দরবার করিয়াছেন। ঐ দরবারে অনেক সরদার ও প্রায় ২০০০ দর্শক ছিলেন। দক্ষিণ [illegible] বলেন [illegible] পর এপ্রকার সভা হয় নাই।

উক্ত পত্র বলেন সর [illegible] খাঁ নামক জন বিদ্রোহী ও হত্যাকারী ধৃত হইয়াছে। সে [illegible] সাহেবের ন্যায় [illegible] বিদ্রোহ ঘটাইবার আশা করিয়াছিল।

বঙ্গদেশের পবলিক ওয়ার্কের রিপোর্ট প্রকাশিত হইয়াছে। আমরা আগামী এবিষয়ে কিঞ্চিৎ বলিব।

পরিদর্শক শ্রবণ করিয়াছেন একজন মুসলমান স্ত্রী ও দুইটি পুত্র রাখিয়া বহির্গমন করে। তাহার অনুপস্থিতিকালে [illegible] ঘটক হইয়া ঐ স্ত্রীলোকের [illegible] পুরুষের সহিত বিবাহ দেয়। মুসলমান [illegible] হইতে প্রত্যাগমন করিয়া এবিষয় [illegible] ২৪ পরগণার মাজিষ্ট্রেটের নিকটে [illegible] করাতে [illegible] ও উক্ত স্ত্রীলোকের [illegible] বৎসর কারাবাসের আদেশ হইয়াছে। [illegible] বিবাহ করিয়াছিল সে মুক্ত হইয়াছে।

মিরাটের পে ডিপার্টমেন্টের কেরানী [illegible] টাকা আত্মসাৎ করিয়া [illegible] বলিয়া [illegible] দশ বৎসর কারাবাসের আদেশ হইয়াছে। আর এক কেরাণীর উপর বিশেষ সন্দেহ হওয়াতে তাহাকে গবর্ণমেণ্টের কর্ম্ম [illegible] হইয়াছে।

অযোধ্যার ডাক্তর [illegible] একটি [illegible] [illegible]

[illegible] আমেরিকার অ- [illegible]

[illegible] পার্লিয়েন্ট বর্তমানে [illegible] কর্মচারীদিগকে মুক্ত করিতে [illegible]ন। যাঁহারা আছেন তাঁহাদিগ- [illegible] কিঞ্চিৎ পুরস্কার করিতে কর্তব্য।

[illegible] এপ্রিল প্রীষ্মকালে সিমলা পর্বতে [illegible] হইবেন। তাঁহাদিগের একটি বাটী- [illegible] হইয়াছে।

[illegible]পুরের একজন বণিক রাওসাহেবের [illegible] দুই লক্ষ টাকা দিতে চাহিয়াছি- রাওসাহেবের উক্ত বিচার কালীন স- [illegible] উপস্থিত না হইয়া টেলিগ্রাফে [illegible] নিকটে ক্ষমা প্রার্থনা ক- লেন কিন্তু কোন প্রত্যুত্তর প্রাপ্ত [illegible]। এই ব্যক্তি যদি কোন রূপ অতি প্রা- [illegible] হইয়া থাকেন তাহাহইলে তাঁ- হার ওকালতি করিতে দেওয়া উচি- [illegible]।

[illegible] নগরে [illegible] নামক এ- [illegible] আত্মহত্যা করিয়া মৃত হইয়াছে।

২১এ ভাদ্র শুক্রবার।

নাগপুরে বহুকালাবধি চিনি গুড় প্রভৃ [illegible] উপর মণ করা এক টাকা শুল্ক লওয়া [illegible] সম্প্রতি তাহা উঠিয়া গিয়াছে। উহা [illegible] হইয়াছিল।

[illegible] প্রতি রত্নগিরি গ্রামের নিকটে একখা- [illegible] জাহাজ জলমগ্ন ও ভগ্ন হইয়াছে। [illegible] বালাট ও কয়েকজন ইউরোপীয় ভ- [illegible]পুরে আসিতে ছিলেন। সর্বশুদ্ধ [illegible] জন লোক ছিল, ইহার মধ্যে প্রায় ১২০ [illegible] প্রাণত্যাগ করিয়াছে। অবশিষ্ট ব্যক্তিরে [illegible] অধিবাসীরা জীবিত ব্যক্তিদিগকে যথো- [illegible] সাহায্য প্রদান করিয়াছেন।

[illegible] লেগ সাহেবকে এদেশের বিচার কার্য [illegible] হাতে সভা হইবে কয়েক জন এতদ্দে- [illegible] মুখুজ্জে ও আর্টন স্মিথ আর কেহ তথা [illegible] নাই মনেন।

[illegible] পত্র বলেন, [illegible] সর্বদা অ- [illegible] লাগিতেছে। তাহাদিগের দুরবস্থা প্রায় [illegible] হইতেছে। কোন ব্যক্তি আন্দোলন [illegible] কর নাই।

[illegible] বঙ্গদেশীয় ব্যাঙ্কে একণে সর্বশুদ্ধ ৮,১১, [illegible] টাকা আছে, ইহার মধ্যে গবর্ণ- [illegible] ১,৫৬,১২ [illegible] সমস্ত ও ৬৭,৩৬,৭ [illegible] কাগজ আছে। এই টাকার অনেকাংশ [illegible] ব্যয় করেন। তথাপি উহা- [illegible] সাহায্যে আর আর দেওয়া [illegible]

[illegible] হইতেছে। সার চারলস উড এই কাগজ আর [illegible] যথার্থই অর্থদায় করিতে পারেন [illegible]

ইংলিশ্যান ত্রিকর্ণীয় গোস্বামিদের মঙ্গল [illegible] আইনের যথাশাস্ত্র উপায়েতে কলিকাতার বাবুদিগকে উত্তেজনা করিয়াছেন। বাবু [illegible] দ্বারা রুচির দ্বারা জলবিন্দু [illegible] নানা রূপ দর্শন করিতে পারিবেন। আমাদিগের বাবু দিগের এপ্রকার সম্বন্ধে শিক্ষা করিবার অনেক বিলম্ব আছে।

২২এ ভাদ্র শনিবার।

সর চারলস উড আজ্ঞা দিয়াছেন মফঃস্বলের ছোট আদালতের জজদিগকে এতদ্দেশীয় ভাষায় পরীক্ষা দিতে হইবে। এই বার বারিষ্টরেরা বিপাকে পড়িলেন।

গত কল্য এক সদেশ গৃহে নিম্নলিখিত আফিমের বিক্রীত হইয়াছে।

	সিন্দুক	টাকা
বেহারের	১০০১	১৮,৪৫,৭০০
কাশীর	১১৩৫	১৫,৮৮,০৫০

গবর্ণমেণ্ট সিবিল আর্কিটেক্ট ও গারিসন ইঞ্জিনিয়রের আফিস এক ব্যক্তির অধীনস্থ করিতেছেন। ইহাতে কিঞ্চিৎব্যয় সংক্ষেপের সম্ভাবনা।

যশোহরের এক জন নীলকর এক জন জমীদারকে ধৃত করিয়া বলপূর্বক তাঁহার নিকটে এক জমীদারির ইজারা লইয়াছে। পূর্বে আমরা বঙ্গদোষয়ে এই সংবাদ দেখিয়াছিলাম কিন্তু যখন পুনর্বার পরিদর্শকের এক জন পত্র প্রেরক লিখিয়াছেন তখন ইহার প্রতি আমাদিগের আর সন্দেহ নাই। এক্ষণে বাঙ্গালা গবর্ণমেণ্ট যদি এবিষয়ের বিশেষ অনুসন্ধান না করেন তাহাহইলে ইহা প্রথমতঃ ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের পশ্চাৎ সর চারল্স উডের নিকটে জানাইতে হইবে। আমরা দেখিব কার্য্যকালে এতদ্দেশীয়েরা একতা অবলম্বন করিবেন কি না।

ইংলিশম্যানের পারিসস্থ সংবাদদাতা বলেন, তথায় এক জনরব উঠিয়াছে সম্রাট বি [illegible] কি নগরে একটি সামান্য কৃষক বালার সহিত এক পান্থশালায় নৃত্য করিয়াছেন। কেহ কেহ বলেন ঐ বালিকা এক ছদ্মবেশধারিণী কুলীন বংশীয়া স্ত্রীলোক। নেপোলিয়ান বংশীয়েরা স্ত্রীলোকের সৌন্দর্যে মুগ্ধ হইবার পাত্র বটেন।

উক্ত সংবাদ দাতা আরও বলেন পারিসে বেশ্যার সংখ্যা এত বৃদ্ধি হইয়াছে যে তথায় তাহাদিগকে দর্শন করা যায়, নগরস্থ লোকেরা তাহাদিগের জন্য [illegible] হইয়াছেন। ইহা সমাজ [illegible] নীতির প্রাদুর্ভাব হ্রাস লক্ষণ।

[illegible] এক [illegible] মূল্যে গবর্ণমেণ্টের [illegible]

৫ টাকার [illegible]

৫ টাকার [illegible]

৫ টাকার ঐ [illegible]

৫ টাকার ঐ [illegible]

পোলিসের বিচারালয়।

[illegible] সাহেব বিচারপতি।

যদি [illegible] ১০৮ টাকা চুরি করাতে তাহার তিন বৎসর কঠিন পরিশ্রমের সহিত মেয়াদ হইয়াছে।

সেখ আবদুল ও সেখ মামুদ [illegible] এক বারান্দার [illegible] চুরি করাতে তাহাদিগের কঠিন পরিশ্রমের সহিত দুই বৎসর কারাবাসের আজ্ঞা হইয়াছে।

সেখ [illegible] এক [illegible] চুরি করাতে তাহার এক বৎসর মেয়াদ হইয়াছে।

[illegible] ও [illegible] প্রহার করাতে ও তাহার এক [illegible] ও ১৪ টাকা লওয়াতে তাহাদিগের দুই বৎসর কঠিন পরিশ্রমের সহিত মেয়াদ হইয়াছে।

[illegible] দাস এক বারান্দার [illegible] চুরি করাতে তাহার দুই বৎসর কঠিন পরিশ্রমের সহিত মেয়াদ হইয়াছে।

[illegible] তাহার কঠিন পরিশ্রমের সহিত এক [illegible] মেয়াদ হইয়াছে।

[illegible] নামক যে [illegible] নীলকরের টাকা চুরি করে তাহাকে কঠিন [illegible] সহিত দুই বৎসর [illegible] হইয়াছে।

বাবু মদনমোহন দাস [illegible] টাকা মূল্যের এক [illegible] সেখ [illegible] নামক এক [illegible] আদালতে [illegible] পরিশ্রমে এক মাস মেয়াদ হইয়াছে।

[illegible] নামক [illegible] এক বারান্দার [illegible] চুরি করাতে তাহার কঠিন পরিশ্রমের সহিত দুই বৎসর মেয়াদ হইয়াছে।

[illegible] নামক যে [illegible] ইষ্টাম্প জাল করিয়াছিল তাহার সাত বৎসর [illegible] আজ্ঞা হইয়াছে।

[illegible] দাস [illegible] গোস্বামির ৬০ টাকা তহবিল [illegible] এক মাস বিনা পরিশ্রমে কারা- [illegible] হইয়াছে।

[illegible] নামক যে [illegible]

[illegible] করে তাহার [illegible] তিন মাস জেলার হইয়াছে।

ক [illegible] মধ্য মাধব [illegible] নোট এ নগর ৩০ টাকা [illegible] তাহার ১৮ মাস জেলার হইয়াছে।

ডাক্তর [illegible] ইউরোপীয় ২৫০ টাকার নোট চুরি করে—তাহার বিরুদ্ধে কেহ উপস্থিত না হওয়াতে তাহাকে মুক্তি দেওয়া হইয়াছে।

[illegible] সমাচার।

ভিন্ন ভিন্ন পত্র হইতে উদ্ধৃত।

ইংলণ্ডীয় [illegible] কার্য্য শীঘ্র বন্ধ হইবে। ইংলণ্ডীয় [illegible] চীনদেশে কি প্রকারে কার্য্য করিবেন, তদ্বিষয়ে মহাসভায় তর্ক বিতর্ক হইয়াছে। লার্ড পামরষ্টন বলিয়াছেন, বিদ্রোহি দলের বিরুদ্ধে [illegible] করা কর্ত্তব্য। ইংলণ্ডেশ্বরী শীঘ্র জর্ম্মণীতে যাইবেন। তিনি কিছু দিন [illegible] নগরে বাস করিবেন। [illegible] সাক্ষাৎ করিয়া [illegible] করিবেন। লাঙ্কেসিয়ারের মজুরদিগের দুঃখ ক্রমশঃ বৃদ্ধি হইতেছে। অবস্থা [illegible] মজুরদিগের সাহায্যার্থ [illegible] করিবার অনুমতি প্রাপ্ত হইয়াছেন।

ফ্রান্স। মেক্সিকোতে অনেক সেনা [illegible] অধীনে প্রেরণ করা হইয়াছে। সম্রাট [illegible] নগরে অবস্থিতি করিতেছেন।

ইটালি। গারিবল্ডি গৃহ যুদ্ধ উপস্থিত করিয়াছেন। ফরেসীয় সেনারা তাঁহার সহচরগণকে পরাজিত করিয়াছে। গারিবল্ডি [illegible] অবস্থিতি করিতেছেন। ইটালির সর্ব্বসাধারণে রাজার সাহায্য করিতেছেন। ইংরাজ রণতরির [illegible] রাজার সাহায্য করিবার অনুমতি প্রাপ্ত হইয়াছেন।

অষ্ট্রিয়া। মন্ত্রি বর্গের পরিবর্ত্ত হইবার সম্ভাবনা। ১৮৬৩ অব্দের আয় ব্যয়ের হিসাব শীঘ্র প্রকাশিত হইবে।

[illegible]। সভাসদ রাজার বিপক্ষতাচরণ করিতেছেন। তাঁহারা [illegible] হাউস অব লার্ডস [illegible] বিবেচনা করিবেন না বলিয়াছেন।

[illegible]। [illegible] অনেক ব্যক্তির [illegible] বিপক্ষ [illegible] কয়েকজনকে গুলি কর। [illegible] বিশেষ গোলযোগের সম্ভা[illegible]

[illegible] বিদ্রোহ বাসীর। সম্প্রতি এক [illegible] হইয়াছে। সুলতান তাহা[illegible] করিতেছেন। [illegible] এক বিবাদ প্রকাশ ও [illegible] করিতেছেন।

[illegible]। বিদ্রোহীরা [illegible] [illegible] পার্শ্বে [illegible] [illegible]

[illegible] সেনাপতি হইয়াছেন। তাহারা [illegible] ও নিউ [illegible] অধিকার করিয়াছে। সভাপতি লিঙ্কন বলিয়াছেন, যদি শীঘ্র তিন লক্ষ [illegible] সৈন্য না [illegible] তাহা হইলে বল পূর্ব্বক সেনা সংগৃহীত হইবে। সকলে ইহাতে অসন্তুষ্ট ও বিরক্ত হইয়াছেন। নগদ টাকা [illegible] হইয়াছে। তুমি যত দুই পয়সা [illegible] ডাকের টিকিট মুদ্রার [illegible] চলিতেছে। সকলেই তাহা গ্রহণ করিতেছেন। মেক্সিকোর ফরাসীরা সম্প্রতি কয়েকটি ক্ষুদ্র যুদ্ধে জয় লাভ করিয়াছে।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

২০এ আগষ্ট—নিম্ন লিখিত ব্যক্তিরা [illegible] ডেপুটি ম্যাজিষ্ট্রেট হইয়া ফৌজদারি আইনের ২২ ধারা ও ১৮৫২ অব্দের ১০ [illegible] ১ ধারানুসারে দ্বিতীয় শ্রেণির অধীন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইবেন।

বাবু [illegible] লাল চৌধুরী, [illegible] চৌধুরী

নিম্ন লিখিত ব্যক্তিরা ১৮৬০ অব্দের ৩[illegible] আইন অনুসারে পুনর্ব্বার কলিকাতা [illegible] কমিসনর হইয়াছেন

সভাপতি — এ গ্রাণ্ট সাহেব সভ্য। [illegible] ই এস, [illegible], ডবলিউ. এস, [illegible] সাহেব এবং রাজা [illegible] সিংহ ও মৌলবী আবদুল লতিফ।

২৩এ আগষ্ট—[illegible] পুরের সদর আমিন বাবু পূর্ণ চন্দ্র মুখোপাধ্যায় উক্ত জেলার দলীল [illegible] রেজিষ্ট্রার হইবেন।

২৫এ আগষ্ট—রঙ্গপুরের নিম্ন লিখিত ব্যক্তি ১৮৫৯ অব্দের ১০ আইন অনুসারে ডেপুটি কালেক্টরের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

বাবু [illegible] মুখোপাধ্যায় [illegible]

" চন্দ্র কুমার মিত্র [illegible]

" [illegible] বন্দ্যোপাধ্যায় [illegible]

২৭এ আগষ্ট—[illegible] সাহেব কলিকাতার ছোট আদালতের [illegible] প্রথম জজ হইবেন।

[illegible] উইলসন কলিকাতার এক জন [illegible] পুলিস ম্যাজিষ্ট্রেট হইবেন।

[illegible] নিম্ন লিখিত [illegible] স্থানসকলে থাকিবেন,

[illegible] পিলগাঁও

" এ, এস, [illegible]

" [illegible] সি, এস, [illegible]

" সি, [illegible]

" এ, ই, [illegible]

" [illegible]

৩ [illegible]

মৌলবী [illegible] ১৮৩৩ অব্দের [illegible] আইন [illegible] অব্দের [illegible] অনুসারে [illegible]

এবং [illegible] তার প্রাপ্ত হইয়া [illegible] পারিবেন

প্রেরিত

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

[illegible] ছোট আদালতের [illegible] বন্দ্যোপাধ্যায় [illegible] এবং [illegible] নিযুক্ত করিয়া ঐ সকল ব্যক্তি যে [illegible] এবং [illegible] গোপন করিয়া [illegible] গবর্ণমেণ্টে রিপোর্ট করিয়াছেন। [illegible] ক্ষুদ্র ব্যাপারে [illegible] হইলে যে নিরপেক্ষরূপে [illegible] সুবিচার করিবেন সম্ভব বটে।

বাবু [illegible] রায় যিনি [illegible] ফৌজদারি আদালতের [illegible] তিনি [illegible] হইয়াছেন। [illegible] তাঁহাকে আমরা যেরূপ জানিতাম তাহার [illegible] সন্দেহের আর সম্ভাব কি।

[illegible] মৌলবী [illegible] প্রায় [illegible] কাছারি করেন, [illegible] লোককে প্রবেশ করিতে দেন [illegible] সময় [illegible] কোন ভদ্র লোক [illegible] প্রবেশ করিতে উদ্যত হইলে [illegible] করিয়া দেন, [illegible] হইয়াছেন। [illegible] পাঠকেরা বুঝিতে পারিবেন [illegible] সুবিচার হইতেছে।

অবশ্য ছোট আদালতের জজ [illegible] সাহেব উত্তম রূপে কর্ম্ম সম্পাদন করিতেছেন এবং তাঁহার চরিত্রও মন্দ নহে কিন্তু [illegible] দিগের বেলায় কি প্রকার ব্যবহার দেখ, [illegible]।

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু [illegible] ১২৬৯ [illegible] পর্য্যন্ত [illegible]

" [illegible] বন্দ্যোপাধ্যায় [illegible] ১২৬৯ শ্রাবণ [illegible] পর্য্যন্ত [illegible]

" [illegible] ১৮৬২ [illegible] ৩ [illegible]

[illegible]

" [illegible]

১২৬৯ [illegible] পর্য্যন্ত [illegible]

" [illegible]

[illegible]

ওয়া হয়। [illegible] দিগের সম্বন্ধে অনেক পরিবর্তন। [illegible] তাহার [illegible] করাতে তিনি [illegible] পরিত্যাগ করিয়া [illegible]। [illegible] তিনি তাঁহার [illegible] করেন? [illegible] করিবার জন্য [illegible] এই প্রকারের বিচার হয় [illegible] [illegible]। [illegible] ইংরাজদিগের [illegible] হইলে ঐ প্রকার আশা হয়।

বোম্বাই প্রেসিডেন্সিতে এক ভয়ঙ্কর অ-[illegible]চার হইয়াছে। বেলগ্রামের এক জন [illegible] তাহার দুই জন বন্দেরে নামে এই অভিযোগ [illegible] করেন যে তাঁহারা তাঁহার বেতন দেয় [illegible]। বিচারপতি মেজর [illegible] উক্ত দুই [illegible] দিয়া বিচারে হাতকড়ি ও বেড়ি দি-[illegible] এক অন্ধকার ঘরে লুকাইয়া রাখেন। আ-[illegible] তাহাদিগের গাত্রে যে ৫০ ০০০ টাকার অল [illegible] প্রভৃতি ছিল তাহা ও এই "সাহসীবোধ"এ [illegible]সাৎ করেন তাঁহারা বিনা কারণে [illegible] ছিলেন এই নালিশ করাতে মেজর ৫০, ০০[illegible] দিয়া বিস্তর বিনয় করিয়া রাজিনামা [illegible]ইয়াছেন। এক্ষণে এই প্রশ্ন হইতেছে সর [illegible]ন বিধার এই দুর্বৃত্ত কর্মচারীর কার্যের [illegible]তি মনোযোগী হইবেন কিনা? এই সকল [illegible]চারের জন্য আমরা সৈনিকদিগের হস্তে [illegible]রের ভার দিবার বিষয়ে এত প্রতিবাদী।

[illegible] রেবিনিউ বোর্ড কমিসনরদিগকে পতিত [illegible]র মূল্য নিরূপণ করিতে আজ্ঞা দিয়াছেন। [illegible]দেশীয় গবর্ণমেন্ট এই সকল ভুমি বিক্রয়ের [illegible] নিয়মাবলি প্রকাশ করিয়াছেন তাহা ও [illegible]বিষয়ে আমাদিগের যে বক্তব্য আছে তাহা [illegible]গামিতে প্রকাশিত হইবে।

[illegible] সদর আদালত আজ্ঞা করিয়াছেন যে স[illegible] কালেক্টর অপ্রাপ্ত বয়স্কদিগের সম্পত্তির [illegible]ক, তাঁহাদিগের অমনোযোগে যদি তাহা[illegible]গের ক্ষতি হয় তাহা হইলে তাঁহাদিগকে [illegible]গ্রী হইতে হইবে। উত্তম আজ্ঞা হইয়াছে, [illegible]মরা সর্ব্বদাই দেখিতেছি বালকদিগের [illegible]মীদারি প্রায়ই নীলকরদিগকে ইজারা দিয়া [illegible]হা নষ্ট করা হয়।

ম্যাঞ্চেষ্টরের মজুরদিগের সাহায্যার্থ জন্য [illegible] কলিকাতায় ৯০,০০০, বোম্বাইয়ে ৭০ ০০০ ও [illegible] প্রাদেশে ১০,৩২০ টাকা সংগৃহীত হইয়াছে। [illegible] বাটিল ফ্রিয়ার বোম্বাইতে এবিষয়ে একটি

সভা করিয়াছেন [illegible] আমেরিকার যুদ্ধে বোম্বাইয়ের [illegible] অধিক লাভ করিয়া[illegible]ছেন, এক জন পারসী ব্যবসা[illegible] মধ্যে ৮০ লক্ষ টাকা লাভ করেন। [illegible] অধিক টাকা দেওয়াই কর্তব্য।

[illegible] পেসে গবর্ণমেন্টের ভিন্ন ভিন্ন ধনাগারে নিম্নলিখিত টাকা জমা ছিল,

ভারতবর্ষীয় গবর্ণমেন্টের	৫,৮৪,৮৫,১০৪
বঙ্গদেশীয় ঐ	১,৯৭,১৯,৩৬৫
উত্তর পশ্চিমাঞ্চলের	৬,২৭২১,০৯০
পঞ্জাবের	১,৩৩,১২ ৩৭৮
বোম্বাইয়ের	৩,৩০ ০২ ৯১৮
মধ্যে ভারতবর্ষের	৬০.০৫,৮৭৬
দাক্ষিণাত্য প্রভৃতি	১৯,২৭,৫৮৪
মান্দ্রাজ	২,৯১,৪৫,১১৪
মোট টাকা	১৯,৪৫.১৯,৩৮৯

এত জমা টাকা আর কখন হয় নাই।

লাহোর ক্রণিকেল বলেন অমৃতসরের ৮০ জন সম্ভ্রান্ত ব্যক্তি পঞ্জাবের গবর্ণমেন্টের নিকটে এই বলিয়া আবেদন করিয়াছেন উক্ত সহর অবধি শতদ্রু নদীর তটস্থিত ফিরো জপুর পর্য্যন্ত একটি খাল খনন করা আবশ্যক, ইহা হইলে অমৃতসর পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যস্থান হয়।

২৩এ সেপ্টেম্বর অবধি ১১এ অক্টোবর পর্য্যন্ত প্রধানতম ও অন্য অন্য দেওয়ানী বি চারালয় বন্ধ থাকিবে।

ডিলস পত্র বলেন দেরাদুনের অনেক জ-মীদার ২০ বৎসরের কর পূর্ব্বে দিয়া জমীদারি নিষ্কর করিতে ইচ্ছুক হইয়াছেন।

বিড সাহেবের স্ত্রীর জন্য ২০,০০০ টাকার অধিক চাঁদা হইয়াছে। না হবে কেন? ও বাঙ্গালি ছিলেন না। হরিশ সমাজ গৃহ ক্রমা-গত আরম্ভ হইল না।

আলিপুরের বেলবিডিয়ার বাটীর সং-স্কার হইতেছে লেপ্টনাণ্ট গবর্ণর কিয়দ্দিবস জগলপুরে অবস্থিতি করিবেন।

এবৎসর সিবিল ইঞ্জিনিয়ারিং কালেজ হইতে এগার জন কৃতবিদ্য ছাত্র বাহির হ ইয়াছেন। তিন জন সহকারী ইঞ্জিনিয়র ও ৮ জন সহকারী ওবরসিয়র হইয়াছেন। সহ-কারী ইঞ্জিনিয়রের মধ্যে দুইজন পূর্ব্বে বি.এ উপাধি প্রাপ্ত হইয়াছিলেন। গবর্ণমেন্ট আ-

[illegible]া দিয়াছেন [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

এক জন [illegible] [illegible] [illegible]রা ৫০ টাকা বেতনের [illegible] দিয়াছেন। আমরা উক্ত [illegible] [illegible]। [illegible] বিষয়ে [illegible]

[illegible] কর্ত্তব্য।

আমাদনগরের [illegible] বিচারপতি [illegible] তি সি সম্প্রতি এক [illegible] বিচারের সময় বলিয়াছেন "সকল [illegible] রাজক পাপ ক্রিয়ার অনুষ্ঠান হয় বটে [illegible] এইদেশে (আমাদের) [illegible] হত্যাকারীর সহায়তা করেন, [illegible] কৃষকেরা সর্ব্বদা জমীদার দিগকে [illegible] থাপি তথায় একের [illegible] [illegible] দিবার অ[illegible] করিবার [illegible]

[illegible] [illegible]।

পুণাতে [illegible] [illegible] শিত প্রায় দুষ্ট করিতেছে। ইহারা কবে [illegible]ল হইবে?

পাকিস্থানার [illegible] আরম্ভ হইয়াছে।

গবর্ণমেন্ট আজ্ঞা করিয়াছেন, কোন ব[illegible] ফিসর [illegible] হইলে যদি তাহার ছুটির কারণ প্রদর্শন করিতে না পারেন, তাহা হই লে তিনি কেবল সৈনিকবেতন ভিন্ন অন্য কোন বেতন পাইবেন না।

বোম্বাইয়ের এক খানি পত্রে দৃষ্ট হইল ডাক্তর মেইন ব্যবস্থাপক সভার সভ্যের পদ ত্যাগ করেন নাই। তিনি অক্টোবর মাসের মেইলে ভারতবর্ষে আগমন করিবেন।

কলিকাতার ড্রেনে ভয়ানক অপব্যয় হ[illegible]

ভারতবর্ষীয় সভা, আত্মার প্রতিবাদ গবর্ণমেণ্টে এক আবেদন করিয়াছেন রা ঐ বিষয়ের কর্ত্তব্যাকর্ত্তব্য স্থির করি- মিথিক কমিসন নিযুক্ত করিবার অনুরো হেন। সভা আরও বলেন, এই ব্যয় ভারি মিউনিসিপাল ফণ্ড হইতে না ধারণ রাজস্ব হইতে দেওয়া কর্ত্তব্য। সাহেব যীনা এখান প্রদেশে যে অ র রুচির অনুমতি দিয়াছেন, তাহার ও স্থবির দুরবস্থার বিষয়ে অদ্যাপিও প্রতিবাদ করিলেন না, ইহাতে আমরা ভাবিলাম ভারতবর্ষীয় সভা বদ্ধ হইয়া এই আবেদন দেখিয়া সভা আছে, জয়- হইল।

ইণ্ডিয়ান রিফর্মার বাঙ্গালী জাতির শারী- দুর্ব্বলতা ও ভীরুতা বিষয় প্রসঙ্গ করিয়া রূপ করিয়া এতদ্দেশীয়দিগকে বলাণ্টিয়র প্রবেশ করিবার অনুরোধ করিয়াছেন। দেশীয়দিগের যদি স্বতন্ত্র বলাণ্টিয়র দল ই করা হউক, উঁহারা যে ইউরোপী- দলে প্রবেশ করিবেন এরূপ বোধ হয় না। রেজিরা যে কথায় কথায় এতদ্দেশীয়দি- অপমান করে।

চীনদেশ হইতে সংবাদ আসিয়াছে বি- হীরা পুনর্ব্বার যুদ্ধ আরম্ভ করিয়াছে। তাহাদিগের চারিটি ক্ষুদ্র দুর্গ ইংরাজদিগের হস্তগত হইয়াছে। একজন নূতন করাশী সৈন্যের অধ্যক্ষ আসিতেছেন। শিক্লিনস্থিত যুদ্ধ পার্কবিরিয়া হইয়া প্রাণে প্রত্যা- দিতেছেন।

এক সম্প্রদায় গবর্ণর জেনরলের নিকটে আবেদন করিয়াছেন যে তিনি পবলিক সংক্রান্ত অভিমত সমুদায় টাকা দিবার জন্য করেন। ভারতবর্ষীয় সভা শিক্ষা সং দান বন্ধের প্রতিবাদ করিয়া আবেদন করেন কেন? এতদ্দেশীয়দিগের অপমান্য রা কি উক্ত সভা লওয়া দিয়াছে।

ইংলিস্ম্যান বলেন, যোধপুরের রাজা দ্রব্য প্রেসিডেণ্টকে জুতা লইয়া প্রবে ভিতরে আজ্ঞা দিয়াছেন। এতদ্দেশীয়েরা কোন এই সময়ে প্রতিজ্ঞা করিতেছেন না যে জুতা লইয়া সে স্থানে যাইতে না পারিবেন সেখানে যাইবেন না।

উক্ত পত্র আরও বলেন গবর্ণমেণ্ট এরূপ আজ্ঞা করিবেন এতদ্দেশীয় কোন রাজা অ- ধিক লোক জন লইয়া ভারতবর্ষীয় গবর্ণমে ণ্টের সীমায় আসিতে পারিবেন না।

হরকরা লিখিয়াছেন লার্ড এলগিন এই কথা ব্যক্ত বর্ষাকালে পেগুয়ার বন্দর না পাইয়া আপাততঃ মান্দ্রাজে যাইবেন।

বেলগ্রাম ও ধারোয়ারের মধ্যে টেলি গ্রাফ বন্ধ হওয়াতে এবার ইউরোপীয় সমাচার আসিতে বিলম্ব হইয়াছে।

জোসেফ রবার্টসন দুই জন মুসলমান ভ ত কে বেতন না দিয়া ছাড়াইয়া দেন। তাঁহা রা বেতন লইতে আসিবাতে সাহেবের সহিত তাহাদিগের বিবাদ হয়। তিনি তাহাদিগকে তরিশিত বাটীর ভিতর আসিতে বলেন। কিন্তু তাহারা প্রহারের ভয়ে তাহা না করা তে সাহেব তাহাদিগের নামে পুলিসে নালিশ করেন। অবৈতনিক মাজিষ্ট্রেট ভৃত্যদিগের দুই টাকা করিয়া জরিমানা করিয়াছেন। অবশ্য! কুমীরের সঙ্গে বাদ করিয়া জলে বাস করা হয় না।

৫ই আশ্বিন শনিবার।

এবৎসর বিজয়াদশমীকৃত্য লইয়া মহাগোল যোগ উপস্থিত হইয়াছে। কতকগুলি অধ্যা- পকে কহিতেছেন, নবমীপূজান্তে বিসর্জ্জন হইবে আর কতকগুলি কহিতেছেন, পরদিন। এই বিষয়ের মীমাংসার্থ শ্রীযুক্ত রাজা রাধাকা ন্ত দেব বাহাদুর আপন আলয়ে ২৪এ ভাদ্র এক সভা করেন। সভাস্থলে অনেক অধ্যাপক উপস্থিত ছিলেন। তাঁহারা প্রায় সকলেই এক বাক্য হইয়া পূর্ব্বদিন বিসর্জ্জন ব্যবস্থা দিয়াছেন। কেবল দুটি বিদ্বন্মণ্ডলী কেন বিষয়ে প্রায় স- র্ব্বসম্মত হয় না। এবিষয়ে তাঁহারা যে সেই রূপ মতদ্বৈধ হইয়াছে তাহাতে আমরা বিস্ম য়াপন্ন নহি। আমাদিগের বিস্ময়ের বিষয় এই, উল্লিখিত অধ্যাপকগণের মধ্যে কেহ কেহ এ বিষয়ের পূর্ব্বে যে ব্যবস্থা দিয়াছিলেন, পরে আবার তাহার বিপরীত ব্যবস্থা দেন। অধিক কি এ ভিত্তেও একরূপ নয়। এটা সামান্য এ একটা লক্ষণ বটে।

বিশেষ অবগত হইয়াছেন, বাবু রমাপ্রসা দের পরে বাবু শম্ভুনাথ পণ্ডিত বঙ্গদে-

শ অধুনাতন পদের উপর এক জন সভ্য হইবেন। অদ্যাপিও নিজাম সদর আদালতে এ দেশের কাহাকে বিচারপতির পদে নিয়োজিত করা হইল না।

বোম্বাইয়ের ব্যবস্থাপক সমাজ ... ছিকা ও অন্য অন্য দ্রব্য ... রা জারি করিয়া দেয়, তাহা ... বিল করিয়াছেন।

নিম্নলিখিত মূল্যে গবর্ণমেণ্ট ... ক্রীত হইতেছে।

৪ টাকার সিক্কা	১২ ...
৪ টাকার কোম্পানি	[illegible]
৫ টাকার সিক্কা	১ ...
৫ টাকার কোম্পানি	১১ ...

ইউরোপীয় সমাচার।

টেলিগ্রাফযোগে আগত।

লণ্ডন ২রা সেপ্টেম্বর। গরিব লড়ি ... দিতে আহত হইয়া পরবর্ত্তী সপ্তাহ সহিত ... হইয়া ছন। মধ্যসভায় তাঁহার বিচার হইবে।

প্রিন্স অব ওয়েল্‌সের ডেন্মার্কের রাজকুমা রী আলেকজাণ্ড্রিনার সহিত বিবাহের সম্বন্ধ নির্ণয় প্রচার করিয়া দেওয়া হইয়াছে। আগামী বসন্তকালে বিবাহ হইবে।

নিউয়র্ক। ২৫এ আগষ্ট। আমেরিকার রাজধানী হইতে গমন করিয়া সেনাপতি পোপের সহিত মিলিত হইয়াছেন। পোপ মনসাস জংসনের উত্তর পাহাড়ে অবস্থিতি করিতেছেন। বিদ্রোহীরা দক্ষিণ পা রে আছে, এবং তাহারা ৭॥ ক্রোশ পর্য্যন্ত ক স্থান পাতিয়াছে। বিদ্রোহীরা অনেক বার নদী পার হইবার চেষ্টা পায় কিন্তু কৃতকার্য্য হইতে পারে নাই।

বিদ্রোহীরা রিচমণ্ড হইতে গবর্ণমেণ্টের দিগে বার জনিবার উপত্যকায় প্রবেশ করিয়া ছে। তাহারা একত্রিত হইয়া গবর্ণমেণ্টের সেনাদলের পশ্চাতে আসিতে চেষ্টা করিতে ছে। উভয় দলে একটি ঘোর যুদ্ধ হইবার বিলম্ব নাই।

বিদ্রোহীরা কেন্টাকির নানা স্থানে প্রবেশ সিন্ধী ক্রমশঃ অগ্রসর হইয়া বাটন রোজ হস্তগত করিয়াছে।

গবর্ণমেণ্টের সেনাদলে অনেক সেনা জুটিতেছে। ১লা সেপ্টেম্বর অবধি অনিচ্ছু ব্যক্তিদিগকেও সৈনিক পদে সংগ্রহ করা আরম্ভ হইয়াছে।

[illegible]

[illegible] আসেসেনটাকারী [illegible] হইবেন।

৩ রা সেপ্টেম্বর—[illegible] এ, [illegible] এস, সি, মিত্রের [illegible] জন্য [illegible] হইবেন। তিনি ১৮৬৩ অব্দের ১৫ আইন অনুসারে জেলের মধ্যে ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইবেন।

৫ ই সেপ্টেম্বর—পি, বি, গারেট সাহেব ২৪ পরগণার প্রতিনিধি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

ডব্লিউ, এস, স্মিথ সাহেব নোওখালি পরগণার সহকারী কমিসনর হইবেন।

ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর জে, কুক সাহেব মধুপুর বিভাগের ভার প্রাপ্ত হইয়া জঙ্গলপুর ও পূর্ণিয়ার ম্যাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হইবেন।

৬ই সেপ্টেম্বর—বাবু দুর্গাকান্ত মুখোপাধ্যায় বাখাণ্ডির নিমক চৌকির সুপরিন্টেণ্ডেণ্ট হইবেন।

আর, সি ক্রোর সাহেব কুলুবার প্রতিনিধি নিমক চৌকি সুপরিন্টেণ্ডেণ্ট হইবেন।

৮ ই সেপ্টেম্বর—সি, এ, হবহি সাহেব চট্টগ্রামের প্রতিনিধি জাইণ্ট ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

ডবলিউ, সি, ইকস ময়মনসিংহের প্রতিনিধি জাইণ্ট ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

গোয়ালপাড়ার সদর আমিন বাবু রঘুনাথ রায় আপনার কার্য্য ব্যতিরিক্ত সহকারী কমিসনর ও ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইবেন।

—•—

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয় সমীপেষু।

আমি কলিকাতা হইতে আসিবার সময়ে "গোপালগঞ্জ" নামক যে একটী হাট আছে, (ঐ হাটটী রাণী রাসমণির) তথায় রাত্রিতে নৌকা বাঁধিয়াছিলাম, কিছু পরে দেখিলাম যে একজন মুসলমান আসিয়া খুটাগাড়ী বলিয়া প্রত্যেক নৌকা হইতে পাঁচ পয়সা আদায় করিতেছে, ক্রমে আমার নৌকাতেও আসিয়া উপস্থিত হইল, পয়সা দাও বলাতে আমি জিজ্ঞাসা [illegible] কি নিমিত্ত পয়সা দিব [illegible] আমাকে [illegible] নিকটে যাইয়া [illegible] তাঁহার মনিবেরাই খুটাগাড়ী নিয়া থাকেন, তুমি তাহা জিজ্ঞাসা কি? এই বলিয়াই নৌকা হইতে পয়সা আদায় করিল, আমি তৎক্ষণাৎ পয়সা দিয়াছি। তিনি আমাকে বিদায় করিয়া দিলেন, সে রাত্রির এক প্রহর এদিকে ওদিকে যে সকল নৌকা আছে সেগুলোয় হইতেই এরূপ আদায় করিতে আসিল।

আমি তৎপরে নায়েবের নিকটে যাইয়া জিজ্ঞাসা করিলাম মহাশয়! এখানে নৌকা রাখিলে পয়সা দিতে হয় কেন? নায়েব বলিলেন মথুর বাবুর হুকুম মতে আমরা আদায় করি, তুমি তাহার কি চাও আমি বলিলাম যে এই পয়সা দ্বারা এখানে কিকর্ম্ম হইবেক? তদুত্তরে নায়েব বলিলেন যে মথুর বাবুর নিকটে জিজ্ঞাসা করিও, অধিকবা তাবাড়ি করিলে সেইক্ষণ হইলে আস্তে আস্তে বলিলেন যে এবেটা আর সকল লোককে বিগড়িয়া দিবে।

পরে শুনিলাম ঐ নায়েবের নাম জগন্নাথ ঘোষ, যে মুসলমান পয়সা আদায় করে তাহার নাম কমরদী।

সম্পাদক মহাশয়! আমি জানি না যে ঐ প্রকার খুটাগাড়ীর পয়সা কোন্ আইন ও রাজ নিয়মমতে আদায় হইতেছে, আর তাহা আদায় হইয়া কি হয়।

বিশেষ একটী এই দেখিলাম যে রাত্রিতে কাহিরা না থাকিলে সর্ব্বদা চুরি হয়, এক খানা নৌকাতে ঐ রাত্রিতে ডাকাও হইয়াছিল।

শ্রীনন্দকুমার দে

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহোদয়েষু।

তাইদের কোলে পো সমর্পণ।

এডুকেশন ডিপার্টমেন্ট কি ভয়ঙ্কর স্থানই হইয়া উঠিয়াছে। এই ডিপার্টমেন্টস্থ কোন কোন কর্ম্মচারির চরিত্রের বিষয় স্মরণ করিলে হৃদ্‌ পদাদি সকল উহার মধ্যে প্রবিষ্ট হয়, বাক্‌শক্তি স্তম্ভিত হয় এবং ইহার প্রতি এত ঘৃণা জন্মে যে ইহার সীমা দিয়াও আর চলিতে ইচ্ছা হয় না। হায়! গবর্ণমেন্ট মনে করিতেছেন যে তাঁহারা চতুর্দ্দিকে যে বিদ্যাবীজ নিক্ষেপ করিতেছেন, তাহাতে অমৃতময় ফল উৎপন্ন হইবে, কিন্তু তাঁহাদের অনবধানতা দোষে তাহা হইতে যে বিষরূপ বিষয় [illegible] এক বার [illegible] বিষয়ে সমস্ত অবগত করিয়া [illegible] তিনি এই ডিপার্টমেন্টের [illegible] কর্ম্মচারী নহেন। তিনি [illegible] হইতে মাসে ২০০, [illegible] বেতন ৫০ টী বিদ্যালয়ের [illegible] ভার তাঁহার উপর অর্পিত [illegible] মহাশয়ের চরিত্রের বিষয় [illegible] অনীক ঘৃণাজনক ও লোমহর্ষণ [illegible] প্রকাশিত হইতেছে। তিনি [illegible] কোথাও উপপত্নী, কোথাও কামিনী, কোথাও তথাবিধ ব্রাহ্ম ও কোথাও [illegible] নাস্তিক হইয়া বিবিধ প্রকার পরিশ্রম পূর্ব্বক কপট নাটকের অভিনয় করিয়া থাকেন, যাহা অদ্যাপি প্রকাশ হইতেছে না; কিন্তু তিনি নিজে [illegible] হইয়া যে সকলের চরিত্র দূষিত করিতে উদ্যত হইয়াছেন, তাহা কোন রূপে ক্ষমা করিবার যোগ্য নহে। তিনি ব্যাকরণের একরূপ শিক্ষক হইয়াছিলেন যে ঐ দেশের অত্যাচার নিবিড় এতদিন আর দুই টাকার কম তাঁহার নির্ব্বাহ হয় না। এতদ্দেশের অভাবই এই যে, তাঁহারা আপনাদিগের অবলম্বিত সুতম ধর্ম্মে অন্যান্য লোকদিগকে আনয়ন করিবার যথোচিত চেষ্টা করিয়া থাকেন। উক্ত মহাত্মাও ঐ প্রথার প্রতিপালনে কোন রূপেই ত্রুটি করিতেছেন না। [illegible] বাসায় গমন করিলে প্রায় কাহাকেও কিঞ্চিৎ উইদেবের প্রসাদ পান না করাইয়া ছাড়েন না। একদা এক জন উমেদার ব্রাহ্মণী তাঁহার বাসায় গমন করিলে উক্ত পরম ভাগবত মহাশয় তাহাকে চাকরী করিয়া দিবার আশা প্রদর্শন করিয়া প্রসাদ পান করিতে অনুরোধ করেন। পাছে পৈতে শরীর চ্যুত হয় [illegible] দেখে নাই, সে অভিপ্রায়ে [illegible] প্রায় হইয়া পড়িল; অবশ্য পুনঃ পুনঃ [illegible] অভ্যাস হইয়াও যখন কোন মতেই প্রসাদ কাঙ্ক্ষী হইল না, তখন তাহাকে পুরস্কার দিবার আশা দিয়া ঐ কথা কাহারও নিকট প্রকাশ করিতে বারণ করিয়া দিলেন।

পাঠকগণ! আমার উত্তরটী ঢাকা দিয়া বলুন দেখি ব্যাকরণকে বড় ভাল বাসে কে;—বী মল। সুতরাং যিনি ব্যাকরণের তাদৃশ অনুরক্ত তিনি বীনদেবও প্রিয়পাত্র কেন না হইবেন। অতএব আমাদের একু বাবুও উক্ত দেবীর স্নেহ অয় ভাবে এতাদৃশ মুগ্ধ হইয়াছেন যে তাঁহাকেও

র্বার নিমিত্ত দশকাল প্রাপ্ত [illegible] টিকে উন্নত হইয়াছেন। তিনি আপনার নিজ [illegible] আচরণ [illegible] ব্যবহার [illegible] কথা বলিলেই পর্য্যাপ্ত হইবে যে তিনি [illegible] গমন করিয়া কোন কোম্পানী প্রভৃতি [illegible] লোকদিগের তাঁহার নাম [illegible] করা উচিত—যেখানে তাঁহাকে [illegible] তে আমাকে [illegible] এখানে আসিতে [illegible] এই কথা লোকের নিকট তাঁহাকে বলিতে [illegible]—[illegible] একটী প্রাধানীয় অতি গুরুতর কা-[illegible] তাঁহার উপর অর্পিত আছে—যেখা-[illegible] তাঁহার চরিত্রের অনুকরণ [illegible] অভিলাষী হইতে পারে তাদৃশব্যক্তি [illegible] প্রাচীন কতিপয় ধর্ম্মাবলম্বিবেষ্টিত [illegible] অভিভাবকশূন্য গৃহস্থের আবাসে উক্ত [illegible] বৈবাহিক সংযোজন করিয়া থাকেন!!! [illegible] কোন বিদ্যালয়ের শিক্ষিত এক জন ছাত্র-[illegible] অতিশয় অত্যাচার করিয়া সঙ্গে লইয়া বেড়া-[illegible] তাহা লিখিলেও লেখনী কলঙ্কিত এবং স্মরণ করিলেও পাপ হয়!!

পূর্ব্বেই উক্ত হইয়াছে যে উক্ত বাবু মাসিক ২০০, টাকা উপার্জ্জন করিয়া থাকেন, কিন্তু [illegible] সমেত প্রায় ৬০ হাজার টাকা দেনা [illegible] গাছে। পাঠকগণ! এরূপ বিবেচনা করিবেন যে ঐ ঋণ তাঁহার পৈতৃক বা কোন সৎ-[illegible] সাধনের নিমিত্ত আকৃষ্ট হইয়াছে; ও [illegible] পূর্ব্বোক্ত দেব দেবীর চরণেপুষ্পাঞ্জলি প্র-[illegible] হইয়াছে; ইহার পর আর বা কি হয় তাহা [illegible] কি। অন্যায় কার্য্য করিলে যাঁহাদিগের [illegible] তাঁহার কিছু বলিবার ক্ষমতা আছে, যাঁ-[illegible] বিশেষে কিঞ্চিৎ অর্থ অর্পণ করি-[illegible] হইবে, তাঁহারাই তাঁহার দয়া [illegible] মহাজনদিগকে কোন বিষয়ে ভয় দেখান [illegible]। তাঁহারা টাকা চাহিয়া বসিলেই চক্ষুঃ [illegible] হইবে, সুতরাং গবর্ণমেন্টের কার্য্য অধ্যক্ষ [illegible] তিনি মহাজনদিগকে খাটাইতে না [illegible] পারেন না।

[illegible] প্রকার বাড়িয়া উঠে অতএব অদ্য [illegible] বিরত হওয়া গেল, কিন্তু এক্ষণে সক [illegible] বিবেচনা করিয়া দেখুন, যে উক্তরূপ [illegible] কখন [illegible] থাকিলে তাঁহার [illegible] নিবৃত্তি হয়। [illegible] চরিত্রের লোকের প্রতি শত [illegible] উৎসাহশক্তির ভার নিক্ষেপ করা, [illegible] গবর্ণমেন্টের আইনের [illegible] সমর্পণ [illegible] হইতেছে না? গবর্ণমেন্ট উহাঁর চরিত্রের [illegible] কি কিছু মাত্র অবগত নহেন? কি আশ্চ-

[illegible]। যাঁহারা এক [illegible] সেইরূপ, অপকার [illegible] এই জন্য তাঁহাকে [illegible] গুরুতর অপকার করিতে [illegible] হইয়াছেন। [illegible] তাঁহাদের [illegible] এমন তাঁহা-দের তত্ত্বাবধান ও [illegible] কারণের আয়ত্ত [illegible]। পরিশেষে আমরা উক্ত বাবুকেও আর এক বার সাবধান করিয়া দিতেছি—তিনি পান দোষ, লাম্পট্য ও অপব্যয় দোষ পরিত্যাগ করুন, মিতব্যয়িতা দ্বারা পূর্ব্বকৃত ঋণের পরি-শোধ করুন এবং সরল ও সাধু ব্যবহার অবলম্বন করিয়া কর্ত্তব্য কার্য্য সম্পাদনে যত্নবান্ হউন। তিনি ইহা নিশ্চয় জানিবেন যে, পাপাচার ক-রিয়া কেহ কখন চিরকাল সুখী ও অব্যাহত থা-কিতে পারে না, পাপের ফল অবশ্যই ভোগ করিতে হইবে ইতি।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয়েষু।

অদ্যাবধি ১৫ দিবস হইল এখানে অবি-রাম বৃষ্টি হইতেছে, তন্মধ্যে ২। ৩ দিবস যে-রূপ হইয়াছে সে প্রকার এবৎসর হয় নাই, এই বৃষ্টিতে কালনার চতুঃপার্শ্বস্থ কৃষকদিগের যে হানি হইয়াছে তাহা বলিবার নহে। প্রথ-মতঃ তাহাদের পাকা আউসধান নষ্ট হইয়া-ছে। দ্বিতীয়তঃ আমনধান ক্ষেত্রে মাইবার উপ-ক্রম হইয়াছে। এবৎসর যে তাহাদের কি প্র-কারে দিনপাত হইবে তাহা বলা দুষ্কর। মহা-শয় একে তাহাদের চাষের এই দুর্গতি, উহার উপর প্রায় তাহাদের সকলকেই /০ এক আনার [illegible] ।০ চারি আনা চৌকিদারি টেক্স দিতে হয়। বিশেষতঃ যাহারা টেক্স আদায় [illegible] হাদের জুলুমের কথা অকথনীয়, [illegible] কথায় বলিয়া থাকেন "এখুনি পয়সা দি-বিতো যে নতুবা কোন পিটুই [illegible]। ই-ত্যাদি নাম সত্যর উপর দাঁড়ায় না"। যদি দয়া [illegible] সাহেব স্বয়ং আসিয়া এই টেক্সের বিষয় তদা-রক করেন এবং সত্যতানুসারে সংস্থাপিত করিয়া [illegible] তাহা হইলেই সর্ব্বসাধারণের মঙ্গল, নতু-[illegible] দরিদ্র লোক মারা যায়।

এখানকার দীনহীন লোকেরা এবৎসর মনে করিয়াছিল যে, পাপা দুষ্কড়া হইতেই লুপ্ত [illegible] হইবেক কিন্তু [illegible] না পড়িতে পড়ি-তেই [illegible] চোরে [illegible] লইয়া যায়, [illegible] বা না কেন, চৌকিদার তো চৌকিতে আসে না, তারি বা দোষ কি, [illegible] সাপের ভয়, তাতে

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

২ সেপ্টেম্বর [illegible] এক পাইক [illegible]

[illegible] প্রতি [illegible]

অদ্যেক [illegible] আমা [illegible] -গাতে, বিবেচনা পূর্ব্বক [illegible] পরি-ত্যক্ত হইবে।

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু রামচন্দ্র মুখোপাধ্যায় গোড়ানিবাস
১২৬৯ আশ্বিন হইতে ফাল্গুন পর্য্যন্ত
কোং ৫ টাকা।

" ললিতমোহন রায় চৌধুরী [illegible]
১২৬৯ আশ্বিন হইতে ফাল্গুন পর্য্যন্ত
কোং ৫ ঐ

" ভগবতীচরণ দে মুঙ্গের
১২৬৯ আশ্বিন অবধি ৭০ ভাদ্র পর্য্যন্ত
কোং ১০ ঐ

" কেদারনাথ বন্দ্যোপাধ্যায় [illegible]
১২৬৯ ভাদ্র অবধি ৭০ শ্রাবণ পর্য্যন্ত
কোং ১০ ঐ

" প্রাণধন চৌধুরী শিবসাগর
১২৬৯ কার্ত্তিক পর্য্যন্ত কোং ৫ ঐ

" যদুনাথ দাস চুঁচুড়া
ইং ১৮৬২ সেপ্টেম্বর অবধি ৬৩ ফেব্রুয়ারি পর্য্যন্ত কোং ৫ ঐ

" গোপালচন্দ্র মুখোপাধ্যায় বাদাগ্রাম
১২৬৯ আশ্বিন অবধি ফাল্গুন পর্য্যন্ত
কোং ৫ ঐ

" গোপালচন্দ্র ভট্টাচার্য্য কালীঘাট
১২৬৯। ১৫ই শ্রাবণ অবধি ১৫ই মাঘ পর্য্যন্ত কোং ৫ ঐ

" রাজা কালীপ্রসন্ন দাস মেদিনীপুর
১২৬৯ ভাদ্র অবধি মাঘ পর্য্যন্ত কোং ৫ ঐ

দ্বারকানাথ বন্দ্যোপাধ্যায় রঙ্গপুর
১২৬৯ আশ্বিন অবধি ৭ই ভাদ্র পর্য্যন্ত কোং ১০

রাধাচরণ বন্দ্যোপাধ্যায় রঙ্গপুর
১২৬৯ আশ্বিন অবধি ৭০ ভাদ্রপর্য্যন্ত কোং ১০

ভগবতীচরণ দেব রঙ্গপুর
১২৬৯ আশ্বিন অবধি ফাল্গুন পর্য্যন্ত কোং ৫

গোকুল নাথ গুহ বহরমপুর
১২৬৯ ভাদ্রঅবধি মাঘ পর্য্যন্ত কোং ৫

এই পত্র কলিকাতার পূর্ব্ব দক্ষিণ [illegible] গো-পালনগরের দক্ষিণ চাংড়িপোতায় শ্রীদ্বারকানাথ বিদ্যাভূষণের বাটিতে প্রতি সোমবার প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

সমর্পিতী সভানির্দ্ধিরাম্ন [illegible]

সন ১২৭৯ । ২৮ আশ্বিন । ইং ১৮৭২ । ১৩ অক্টোবর [illegible]

[illegible]

ঝাঁপ [illegible] ।

[illegible] আমাই-[illegible] আপনাদি-[illegible] করিবার ইচ্ছা [illegible] করিয়া [illegible] পূর্ব্ব [illegible] অনুসন্ধান [illegible]।

[illegible]

বঙ্গিবার সময় কলিকাতার মর্ম্যাল স্কুলে (চিৎপুর রোডের ৩৪৪ নং ভবনে) উপস্থিত হইবেন। যাঁহাদিগের বয়ঃক্রম ১৬ বৎসরের ন্যূন উঁহারা বিদ্যালয়ে প্রবিষ্ট হইতে পাইবেন না। যাঁহারা [illegible] শিক্ষা ও চরিত্র বিষয়ক কোন প্রশংসা পত্র পাইয়া থাকেন তবে তাহা লইয়া আসিবেন। নিম্নলিখিত বিষয় সকলের পরীক্ষা গ্রহণ করা যাইবেক।

ব্যাকরণ । উপক্রমণিকা

অঙ্ক বিষয়

ভূগোল সমুদায় ও সামান্য বিষয়।

বাঙ্গালার ইতিহাস প্রথম ও দ্বিতীয়ভাগ।

অঙ্ক বহুরাশিক ও সামান্য ভগ্নাংশ পর্য্যন্ত।

জে, জি, মেড্লিকট

বাঙ্গালার মধ্য বিভাগের স্কুল ইনস্পেক্টর

১০ই সেপ্টেম্বর }
সন ১৮৭২ সাল }

নিউ ইণ্ডিয়ান লাইব্রেরি

৮৩ নং কলেজ ষ্ট্রীট।

প্রাপ্ত বচন।

শ্রীযুক্ত বাবু রামলাল মুখোপাধ্যায় মহাশয় গৌরাঙ্গ বিদ্যাভিল [illegible] এবং [illegible] ইত্যাদি ধর্ম্মের সমস্ত বিবরণ সংগ্রহ করিয়া গৌরীর বাবু তাহার [illegible] ও [illegible] করিয়া [illegible] নামে এক খানি অভিনব পুস্তক [illegible] আমাদিগের [illegible] অর্পণ করিয়াছেন। আমরা ইহার আদ্যোপান্ত পাঠ করিয়া দেখিলাম যে, [illegible] [illegible] কোন [illegible]

[illegible]

পুস্তক [illegible]

[illegible] শিক্ষিত [illegible] বিশেষ [illegible]

বিজ্ঞাপন।

নিউ ইণ্ডিয়ান লাইব্রেরি

৮৩ নং কলেজ ষ্ট্রীট।

[illegible] উপাচার্য্য [illegible] সোমপ্রকাশ [illegible] সমুদয় [illegible] অর্পণ করিয়াছেন [illegible] এই সকল [illegible] দিলে প্রাপ্ত হইবেক [illegible]।

[illegible]

[illegible]

বিজ্ঞাপন।

আগামী ২৮শে ও ২৯শে আশ্বিন [illegible] ১২৭৯ আশ্বিন [illegible]

...ষয় ছাত্রেরা নর্ম্মাল বিদ্যালয়ের অন্তর্ভুক্ত ...দিগের পরীক্ষা পর্য্যন্ত উক্ত বিদ্যালয়ে ... হইবে। পুস্তকের বিষয় বাঙ্গালা ... ব্যাকরণ, বিজ্ঞান, অঙ্ক ও ভূগোল। ...ছি।
...২৪ এ সেপ্টেম্বর ১৮৭২।
বাঙ্গালার মধ্যবিভাগস্থ বিদ্যালয় সমূহের আ...সিং ইনস্পেক্টর।

সোমপ্রকাশ।

২৮এ আশ্বিন সোমবার।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি, জোড়াসাঁকোর প্রসিদ্ধ দাতা ...দেশহিতৈষী শ্রীযুক্ত বাবু কালীপ্রসন্ন সিংহ সোমপ্রকাশের উন্নতির নিমিত্ত ২০০ টাকা দান করিয়াছেন।

—•—

আমরা সানন্দচিত্তে প্রকাশ করিতেছি, বিদ্যানুরাগী শ্রীযুক্ত আনন্দচন্দ্র বেদান্তবাগীশ স্বতঃ প্রবৃত্ত হইয়া পূজার অব্যবহিত পূর্ব্বে আমাদিগের গ্রামের বিদ্যালয়ের পরীক্ষা গ্রহণ করিয়া সন্তোষ প্রকাশ ও চল্লিশটী পারিতোষিক দান করিয়াছেন। পারিতোষিক দান কালে অনেকে উপস্থিত ছিলেন। ইহাভিন্ন শ্রীযুক্ত বাবু নবীনচন্দ্র ঘোষও বালকদিগের উৎসাহ বর্দ্ধনার্থ তৎকালে কিঞ্চিৎ দান করিয়াছিলেন। ইহাতে ছাত্র ও পণ্ডিত উভয়েরই সবিশেষ উৎসাহ বৃদ্ধি হইয়াছে।

—০—

১২৭৯ সালের মত দুর্গোৎসবের আ... শেষ হইল। এবারে কতকগুলি ...অতি নৃশংস ব্যবহার করিয়াছে... এক মূর্ত্তিমান রূপ ধারণ ... লোককে এক দিন ... করিয়াছেন। কিন্তু অধি... নিমিত্ত দুর্গোৎস... তাহারা উক্ত অধ্যাপ... ...

না হইলে সর্ব্ব ... অকাল মৃত্যুগ্রস্ত ও অকালজরা ... হইতে হইত।

দুর্গোৎসবের তুল্য হিন্দু জাতির মহামহোৎসব আর নাই। হিন্দুশাস্ত্রকারেরা তদনুষ্ঠানে মহাফল লাভ লিখিয়াছেন। কিন্তু যাবতীয় হিন্দু এ উৎসবভোগী নহেন। বেদার প্রদেশ পার হইলে দুর্গাপ্রতিমার সহিত বড় সন্দর্শন হয় না। যে যে স্থানে বেদের ও একেশ্বরবাদের প্রাদুর্ভাব, সেই সেই স্থানে প্রায় প্রতিমার অদর্শন। বাঙ্গালিরাই কেবল এই উৎসবটী একচেটিয়া করিয়া লইয়াছেন। ইহাঁদিগের এক চেটিয়া করিয়া লওয়া বিস্ময়ের বিষয় নহে। ইহাঁরা যেমন শারীরিক বীর্য্য ও সাহসে হীন, মানসিক সাহসেও তেমনি একান্ত হীন। সুতরাং ইহাঁরা কায়মনে সেই অদ্বিতীয় পরমেশ্বরের সাক্ষাৎ আরাধনায় সাহসী হইতে পারেন না।

এই বিশ্বজনীন মহানন্দের সময়ে আমরাই কেবল বিশুদ্ধ ব্রাহ্মদিগের সহিত নিরানন্দে কালক্ষেপ করিলাম। দুর্গোৎসব কালের অন্ন দান, বস্ত্র দান, ও অন্যবিধ দান এবং পূজা প্রণালী, এ সমস্ত বিষয়ের চিন্তা যে যে সময়ে আমাদিগের হৃদয় প্রদেশে প্রবিষ্ট হইয়াছে, সেই সেই সময়েই আমরা নিতান্ত অনুথিত হইয়াছি। আমাদিগের দেশের লোকেরা সেই সর্ব্ব নিয়ন্তা, সর্ব্ব স্রষ্টা চিন্ময় পরম পদার্থের আরাধনায় পরাঙ্মুখ হইয়া অকিঞ্চিৎকর নিকৃষ্ট চেতনহীন জড় পদার্থের পূজা করিয়া আপনাদিগের অসারতা ও ক্ষুদ্রাশয়তার পরিচয় প্রদান করিতেছেন, ইহা দেখিয়া চিত্তের সুখানুভব সম্ভাবনা কি? এই মাসের ১৫। ১৬। ১৭ই এই তিন দিনে বাঙ্গলা দেশের অনেক অর্থ ভস্মীভূত হইয়াছে। অসংখ্য দরিদ্র লোকে ঐ তিন দিন উদর পুরিয়া নানাবিধ দ্রব্য ভোজন করিয়া পরম প্রীতি সম্ভোগ করিয়াছেন, এ কথা ... ...

করিয়া দেখ... লাভ অতি সামান্য ... হবে সন্দেহ নাই। ... উপকারে উপকার ... রূপে যে অসংখ্য ... যদি হিতকর ... করা হয় ... উপকার ভোগে ... আশীর্ব্বাদ দ্বারা ... না? যে কার্য্য দ্বারা উপকার লাভ সম্ভা... অধিকতর পুণ্য সঞ্চ... সমকালীন ... দোষ এবং, লোকের ... প্রভৃতি সমুদায় সঞ্চ... লুপ্ত হইয়া যায়।

—

...

এতৎএ তিবাদ... ক পত্র আমাদিগে... স্থানে প্রকটিত হ... ধিকার প্রস্তাব ... ক হইয়াছেন, পা... কোপ চিহ্ন দর্শন...

১। পত্রপ্রের... সকল পুত্রই সম... দায় বিষয়ের অ... লে তাহা হইতে ... স্বাব নৈসর্গিক ... পিতার পুত্রগণে... হার সে পিতার ... তন্নিবন্ধে আমদি... যাইতেছে তাহা ... যে কোন কালে ... ভুলে পাওয়া, ... ম করিয়া ... না সুখী হই...

ত্তির-মনোবৃত্তি দুর্দম
ষ্টি আছে, সে সকলকে
নিয়ন্ত্রিত করিয়া তুল্য
নের সকল, সময়ে ঘটি-
। তাহাদিগের প্রকোপ
র অনেক বিষম ঘটনা
সম্পত্তিরই সম্ভাবনা
র্য আছে, সেই পুজ্য।
সকলের নিকটেই তা-
র, তাহারই কথা অগ্রে
ন করে। ঐশ্বর্য্যবান বা-
বিদ্বান ও বুদ্ধিমান হন,
ন সর্ব্বাঙ্গীন উন্নতি লা-
আছে। এক জন সং
হন,
না নদী বৈদ্যস্ত পঞ্চমঃ।
তত্র বাসং ন কারয়েৎ॥
অর্থাৎ পণ্ডিত, রাজা,
পাঁচ জন যে স্থানে না
াস করা কর্ত্তব্য নহে।
মধ্যে ধনবান লোক
থাকে না। আমা-
হৎ জমীদারী সকল
ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বি
সেই ধনীর সংখ্যা
দের সংখ্যা
প্রস্তাবের
করিয়া সে
বহু অংশে
ভূমি স
গত হই
লোকেরা
, কে যে
ক্রমে যা
, এ দে
যে উ
ভাব হই
তে পারি

লে জমীদারী বিনষ্ট হইবার নীলাম প্রভৃতি যে সমস্ত উপদ্রব আছে কাজে কাজেই তাহার নিবারণ হইয়া উঠিবে। শেষে বৃহৎ জমীদারী সকল দেবোত্তর ভূমির ন্যায় অবিভাজ্য ও অবিক্রেয় হইবে সন্দেহ নাই।

পত্র প্রেরক লিখিয়াছেন, "পিতার চারি বা পাঁচ পুত্রের মধ্যে এক ব্যক্তি পিতৃদত্ত সমুদায় জমীদারীর অধিকারী হইয়া সুখ সচ্ছন্দে কালক্ষেপাত করিবে, অপর কয়েকটি কথঞ্চিৎ খবৃত্তির ন্যায় হাতভোলা বৃত্তিভোগী হইয়া চিরজীবন দুঃখে কাটাইবে, ইহা ন্যায় ও যুক্তি সঙ্গত নহে।" জমীদারীর অংশ না পাইলেই হাতভোলা খাইতে হয়, পত্র প্রেরক কিরূপে এরূপ সিদ্ধান্ত করিলেন? এ দেশের সকল লোকই কি জমীদারীর অংশ পাইয়া থাকেন? জমীদারীর অংশ ব্যতিরিক্ত ক অর্থাগমের উপায়ান্তর নাই? জমীদারীর বিভাগ নিয়ম রহিত হইলে আর একটি মহোপকার লাভ হইবে, পত্র প্রেরক তাহা অনুভব করেন নাই। জমীদারী বিভাগের নিয়ম এ দেশের অধিকসংখ্যা মোকদ্দমা ও দাঙ্গা হাঙ্গাম প্রভৃতির কারণ। ভ্রাতায় ভ্রাতায় বিরোধ করিয়া কত জমীদারের ঘর একালে উৎসন্ন হইয়া গিয়াছে। জ্যেষ্ঠাধিকার নিয়ম হইলে এ উৎপাতের অনায়াসে শান্তি হইবে।

২। পত্র প্রেরক বলেন, এ দেশে বাল্য বিবাহের অতিশয় প্রাদুর্ভাব আছে, বাল্য বিবাহোৎপন্ন প্রথম পুত্রের নির্বীর্য্য ও হতবুদ্ধি হইবারই সম্ভাবনা, সুতরাং তাদৃশ পুত্রের হস্তে বৃহৎ জমীদারী পতিত হইলে বহুল অনর্থ ঘটিবে সন্দেহ নাই। ইহার উত্তর দান স্থলে আমাদিগের অধিক বক্তব্য নাই, এ দেশে বাল্য বিবাহ যে চিরকাল একাধিপত্য করিবে, পত্র প্রেরকের এরূপ সিদ্ধান্ত করিয়া রাখা বুদ্ধিমানের কার্য্য...

বাল্যবিবাহ নিষেধ দেখা যাইতেছে।
বাল্যবিবাহই যে পুত্রের নির্বীর্য্যতা ও
হতবুদ্ধিতার একমাত্র কারণ, তাহা আমরা
স্বীকার করি না। যখন বৃহৎ জমীদারী
কোন রূপে অন্য পরিবারের হস্তগত না
হয়, সেই চেষ্টা হইতেছে, তখন ধনীর
প্রথম পুত্রের নির্বুদ্ধিতা ও অকর্ম্মণ্যতা
হেতু
কি?
মধ
পর
চ
। ব
গহ
ণ্য
বা
f
র
ব

পারের উৎসন্ন হইবার সম্ভাবনা নাই?
জ্যেষ্ঠ মৃত্যুকালে যোগ্যাযোগ্য বিবেচনা
করিয়া জ্যেষ্ঠ পুত্রের হস্তে বিষয় সম-
র্পণ করিয়া যাইবেন যদি এরূপ ব্যবস্থা
হয়, তাহা হইলে আরো ...
বুদ্ধির দেখিতে পাওয়া যায়, ...

...ধের প্রতি বিশেষ কারণ বশতঃ সবিশেষ সম্মান হয়। স্নেহের স্বভাব এই অল্পগুণ অথবা নির্গুণ ব্যক্তিকেও মহাগুণ সম্পন্ন বলিয়া বোধ করাইয়া দেয়, অতএব স্থলে নির্গুণ ব্যক্তির দ্বারেই বিষয়ের কর্তৃত্ব ভার পতিত হইবার সম্ভাবনা।

১৬

আসাম চা কোম্পানির সভাপতি

মাকে সাহেব।

...ের বেশভূষা সমাধান, ধর্মোপদেষ্টার অধর্মাচরণ, বিচারকর্তার প্রধান ও নিকৃষ্ট বলিয়া দণ্ডের লঘু গুরুকরণ এবং কুক্রিয়াকারির আত্মসাধুতা প্রতিপাদন, এ গুলি কেবল অসঙ্গত নয়, নিতান্ত উপহাসকর। আসাম চা-কোম্পানির সভাপতি মাকে সাহেবের বিষয়ে সম্প্রতি এই উপহাসকর কাণ্ড ঘটিয়াছে। পাঠকগণের স্মরণ থাকিতে পারে, আমরা ২। ৩ বার লিখিয়াছিলাম, মাকে ও কার্টির সাহেবের নামে তিনটি বিষয়ের অভিযোগ উপস্থিত হয়। এক, এই দুই ব্যক্তি উক্ত কোম্পানির মজুর দ্বারা আপনাদিগের ক্ষেত্রে কাজ করাইয়া লইয়াছেন। দ্বিতীয়, উঁহারা উক্ত কোম্পানির চার বীজ লইয়া নিজ ক্ষেত্রে রোপণ করিয়াছেন। তৃতীয়, উঁহারা কোম্পানির কাগজ পত্র কৃত্রিম করিয়াছেন।

এই বিষয়ের অনুসন্ধানার্থ এক কমিটি নিয়োজিত হন। তাঁহারা যে রিপোর্ট করেন, তাহা মাকে সাহেবের অনুকূল হয় নাই। সেই হেতু মাকে সাহেব আত্মপক্ষ সমর্থন করিয়া উত্তর প্রচার করিয়াছেন। সেই উত্তর গুলি এ স্থলে সংক্ষেপে উদ্ধৃত করিতেছি। পাঠকগণ তাহা দর্শন করিলেই অনায়াসে বুঝিতে পারিবেন, তত্রাচ মাকে সাহেবের নির্দোষিতা কেমন প্রমাণ হইয়াছে?

[illegible] সাহেব অভিযোক্তাদিগের এই উত্তর দিয়াছেন, তিনি যে সকল মজুরকে যে সময়ে নিজ ক্ষেত্রে বিনিয়োজিত করেন, আসাম চা-কোম্পানির তৎকালে তাহাতে প্রয়োজন ছিল না; তাহারা অনিয়োজিত থাকিলে হয় পলায়ন করিত নতুবা কোম্পানিকে তাহাদিগের নিমিত্ত ক্ষতিগ্রস্ত হইতে হইত। তিনি মজুর লইয়া বরং কোম্পানির উপকার করিয়াছেন। এ স্থলে আমাদিগের জিজ্ঞাস্য এই, মজুরে যদি কোম্পানির প্রয়োজন ছিল না, কোম্পানির নিয়োজিত লোক তাহাদিগকে সংগ্রহ করিয়া তথায় আনয়ন করিল কেন? প্রয়োজন আছে কি না মাকে এ কথা কাহাকে জিজ্ঞাসা করিয়াছিলেন? কাহার নিকট হইতে বা অনুমতি লইয়াছিলেন? ফলতঃ অন্যের কর্মকর্তা হইয়া স্বয়ং ব্যবসায়ী হইলে প্রায়ই এইরূপ ঘটনা হইয়া থাকে।

২। দ্বিতীয় অভিযোগের এই উত্তর প্রদত্ত হইয়াছে, মাকে চার বীজের জন্য প্রার্থনা করিয়াছিলেন, এবং তাঁহাকে ঐ চার বীজ বিক্রয় করাতে কোম্পানির লাভ হইয়াছে। বেদ[illegible] ব্রহ্মকে যেমন ভোক্তা ও ভোজ্য, হব্য ও হোতা, কার্য্য ও কর্তা বলিয়া স্তব করিয়া থাকেন, মাকের বিষয়েও সেইরূপ ঘটিয়াছে। মাকে স্বয়ং আবেদন করিয়াছিলেন, আবার ডিরেক্টরের আসনে উপবিষ্ট হইয়া সেই আবেদন গ্রাহ্য করিয়াছিলেন।

ফলতঃ মাকে সাহেবকে চার বীজ বিক্রয় করা কর্তব্য কি না, যৎকালে এই বিবেচনা হয়, তৎকালে ডিরেক্টর সভায় মাকে, কার্টির ও এক জন সেক্রেটারি মাত্র উপস্থিত ছিলেন। মাকে এইরূপ [illegible] মত লইয়া কি সাহসে চার বীজ ক্রয় করিলেন? কি রূপে তিনি স্থির করিলেন যে তাঁহাকে চার বীজ বিক্রয় করিবার বিষয়ে কোম্পানির মত হইয়াছে? তিনি ও কার্টির এই দুই জনেই কি কোম্পানির [illegible] [illegible]

ডিরেক্টর তৎকালে উপ...
তা বলিয়া তাঁহার...
ধের হইতে পারে না...
সভা আহ্বান করা উচি...
ষতঃ কোম্পানির চার...
বার প্রথা নাই। এরূপ...
বিষয়ের নিষ্পত্তি করা বে...
নুগত হয় নাই। বিশেষ ক...
রীতি এই, তাহারা এক...
অধ্যক্ষ সভায় উপস্থি...
মন্দ হোন সকলই দেন ন...
কোম্পানির চার বীজ...
আছে, তখন তদ্বিক্রয়...
লাভ জ্ঞান সম্ভাবনা কি...

৩। মাকে সাহেব...
বিষয়ে বলেন কোম্পানি...
কৃত্রিম করা হয় নাই, ...
ব্যতিক্রম ঘটিয়াছে। ...
জন ভদ্র লোক, তিনি ...
গজ পত্র কৃত্রিম করিয়া...
আমাদিগের নিতান্ত ধু...
তবে কেবল ২১৪টা...
২৫বের পরিবর্তে ১২৫...
নিয়ম ব্যতিক্রম ঘটিয়াছে...

পতিত জমি বি...

গত দুই...
কাকে আ...
করিতে প...
র্শন করি...
দেশের ...
সন্তোষ...

ধারণের ...
নিতান্ত ...
দুর হইতে...
পারে তা...
[illegible]

[illegible]রের প্রতি সমধিক দৃষ্টিপাত করিয়াছি-[illegible]। তিনি কি একশ্রেণীস্থদিগের স্বত্বের প্রতি উপেক্ষা করেন নাই? লাভ কানিঙ [illegible] একবিধ মত মূল্য নিরূপণ করিয়া [illegible]লেন, কিন্তু সর চার্লস উড সমুদায় [illegible] প্রকাশ্য নীলামে বিক্রয় করিতে আ-[illegible] দিয়াছেন। পূর্ব্বে আজ্ঞা করা হয়, কেহ [illegible] পতিত ভূমি ক্রয় [illegible]লে এক বৎ-[illegible] পর আর কেহ তাহার প্রতি দাওয়া [illegible] রিবেন না। তাহার পর কেহ নিজ স্বত্ব সপ্রমাণ করিতে পারিলেও তিনি ভূমির মূল্য প্রাপ্ত হইবেন। আমরা তৎকালে [illegible] প্রতিবাদ করিয়াছিলাম। সর চার্লস উড এই অন্যায় আজ্ঞা রহিত করিয়া [illegible] আজ্ঞা দিয়াছেন অথচ অন্য ভূমির উপরে [illegible] চলে, এই সকল ভূমির [illegible] সেইরূপ চলিবে। [illegible] অনেক সুবিধা করা হইয়াছে। [illegible] ছিল [illegible] অপরিবর্ত্তিত রহিয়াছে [illegible] দশ টাকা [illegible] বৎসরের মধ্যে দিতে হইবে। [illegible] কেবল আমরা কিছু [illegible] [illegible]। যদি কেহ কোন ভূমি [illegible] বলিয়া [illegible] [illegible] সেই ভূমির [illegible] এবম্বিধ অবস্থা [illegible] অদ্ভুত। [illegible] আর [illegible] পতিত ভূমি [illegible], কিন্তু [illegible] তাহার কি [illegible] এদেশের মধ্যে অংশ [illegible] ও কার্পাস কৃষির [illegible] হইল না কেন [illegible]

[illegible]নেকে পতিত ভূমি ক্রয় করিয়া তৎপ-[illegible]াৎ তাহা অপেক্ষাকৃত অধিক মূল্যে বিক্রয় করিয়া অধিক লাভ করিবার চেষ্টা করিবেন সন্দেহ নাই। ফলতঃ ইহা অনেকের ব্যবসায় স্বরূপ হইয়া উঠিবে। তাহাতে দেশের কি ইষ্টলাভ হইবে?

নূতন গ্রন্থ।

অনেকে আমাদিগকে বাঙ্গলা গ্রন্থের গুণ দোষ বিচারে অনুৎসুক দেখিয়া [illegible] প্রকাশ করিয়া থাকেন। [illegible] গুণ দোষ বিচারে [illegible] অনিচ্ছা নাই কিন্তু গ্রন্থকারদিগের [illegible] সকল সময়ে [illegible] মনোরথ পূর্ণ [illegible] না। একারণে একশ্রেণীর [illegible] সংখ্য নূতন নূতন পুস্তক [illegible] হইতে[illegible] বটে, কিন্তু [illegible] দৃষ্ট হয়। [illegible] প্রাচীন [illegible] থাকে। [illegible]

[illegible]

থাকে, তাহার অধিকাংশই অপ-[illegible] পদার্থ, তাহার গুণ দোষ বিচার [illegible] না। তবে যে সকল গ্রন্থে গুণও দৃষ্ট হয়, বিশিষ্ট কারণ না [illegible] আমরা প্রায়ই তাহার গুণ দোষ [illegible] পরাঙ্মুখ হই না।

সম্প্রতি দুই খানি নূতন [illegible] মাদিগের হস্তগত হইয়াছে। [illegible] তাহার গুণ দোষ বিচারে প্রবৃত্ত [illegible] একের নাম [illegible] দর্শন, দ্বিতীয়ের [illegible] নাটক। [illegible] দর্শন [illegible] কোন [illegible]কার।

[illegible] সাহেব [illegible] গ্রন্থ [illegible] প্রচলিত করিবার সঙ্কল্প করিয়া [illegible] স্বভাবের বর্ণনাই অধিক। গ্রন্থক [illegible] দুই অংশে বিভক্ত করিয়াছেন। প্রথম [illegible] দেবীর [illegible] হইয়াছে [illegible] ধর্ম্মরাজের সভার বৃত্তান্ত হইয়াছে। আমাদিগের ইংরাজীবৃত্ত [illegible] একটি সুরীতি প্রণালী [illegible] করিয়া থাকেন। যাবতীয় বাক্য [illegible] জীবন চরিত [illegible] বিষয় [illegible] হইয়া থাকে। অনেকে [illegible] অবগত হইবার জন্য [illegible] গুণ দোষ [illegible] দিগের তাদৃশ দৃষ্টি থাকে [illegible] কতিপয় পত্র পাঠ [illegible] সেই [illegible] কাব্যে এ দোষ দৃষ্ট হইবে [illegible] কাব্য খানির রচনাও মন্দ হয় [illegible] মধ্যে অন্য অন্য গ্রন্থের [illegible] গৃহীত হইয়াছে বটে, কিন্তু [illegible] তাহাও [illegible] হইয়াছে। [illegible] হইতে উদ্ধৃত [illegible] দর্শন করুন।

[illegible]

[illegible] থাকি [illegible]োপর,
[illegible] করিছে দান।
[illegible] শশী রসময়ী
প্রেয়সী নিশার দান।
[illegible] হতেছে বহন,
[illegible] শিরি গন্ধহ।
[illegible] পড়ে অনিবার,
[illegible] অপনীপর।
[illegible] প্রেমে [illegible],
[illegible] করিছে পান।
[illegible] শশাঙ্ক [illegible]
[illegible] সুখ, করিছে [illegible]।
সতী প্রেম [illegible],
[illegible]
[illegible] করিতেছে [illegible]
[illegible]

[illegible] মধ্যে মধ্যে কবির [illegible] লক্ষিত হইতেছে। কবি [illegible] দর্শনার্থ [illegible] দিয়াছেন।

[illegible] গেলোক থেমন,
[illegible] করে গো গমন
[illegible]
[illegible] এস্থলে গো এই সম্বোধনস্থ [illegible] কবিতার সমুদায় [illegible] উৎকৃষ্ট হইয়া গি[illegible] তিনি প্রকৃতির যে রূপে [illegible]

[illegible]

বর্ণনাটী [illegible] সেই [illegible] ক্ষমতা আছে যে [illegible] করিতে পারেন। [illegible]

হিংস্র ব্যাঘ্রকে তাহার জাতীয় স্বভাব পরিত্যাগ করাইতে সমর্থ হয়।

দ্বিতীয়, সঙ্গীত শতক। শ্রীযুক্ত বিহারিলাল চক্রবর্ত্তী ইহার সঙ্কলন করিয়াছেন। ইহা অনেক অংশে উৎকৃষ্ট হইয়াছে। পাঠকগণের দর্শনার্থ দুটী সঙ্গীত উদ্ধৃত হইল।

রাগিণী [illegible]।
[illegible]
কে তুমি [illegible]
[illegible]
[illegible]

[illegible]

হায় [illegible] কেহই তারা
কাছে নাই আর!
যখন তোমার তরে
শোকময় গান করে,
জননী ধরণী কোল
করেন বিস্তার।
ঝঞ্জাবাত, বজ্রপাত
করে [illegible] আঘাত,
তথাপি স্থির প্রায়
সমস্ত সংসার! ৮২ ॥

বিবিধ সংবাদ।

৭ই আশ্বিন সোমবার।

এক [illegible] নগরস্থ [illegible] অনেক [illegible] গমন করিয়, [illegible] এবং [illegible]

[illegible]

...ও সাহেবের অনুমিত মূল্য অপেক্ষা ৩৬ ...কা অধিক দেওয়া হইতেছে, তথাপি কি ...ন্য শিক্ষা সংক্রান্ত দান বন্ধ থাকিবে?

...মিলিক শ্রবণ করিয়াছেন সর [illegible] ...লিতে লেকসাহেবের কর্মে আসিতে চাহে- ...। তাহা হইলে ইউরোপীয় বেহালার শুল্ক ...র উঠিয়া যাইবে।

...নিস্ত্রীগেজেটের কাবুলস্থ [illegible] সংবাদ দাতা ...লিখিয়াছেন, আমীর [illegible] মহম্মদ খাঁ দৃঢ় ...প্রতিজ্ঞ রূপে হেরাট আক্রমণ করিয়াছেন। ...র একটি দ্বার খোলা ছিল তাহাও রুদ্ধ হই ...য়াছে। আমীরের শিবিরে খাদ্য দ্রব্য মিলা ...ভার হইয়াছে, সুলতান জানের কোন প্রজা ...তাহার সহায়তা করিতেছে না।

[illegible] মাকেঞ্জির ...ক্ষুদ্রদিগের [illegible] জন্য [illegible] ...[illegible] ১০০০ ও বাবার ...[illegible] টাকা দিয়াছেন [illegible] অনেক ...[illegible] ...[illegible] বলিয়া [illegible] দিতে ...[illegible]।

...[illegible] অপ্রিয় ...[illegible] ...[illegible] ...[illegible]

...[illegible] সাহেবের ...[illegible] ১০,০০০ টাকা জমা করিল। তাহার ...[illegible] দাতব্য বিদ্যালয়ে ক ...[illegible] প্রদান করিয়াছেন।

...[illegible] ...[illegible] হইবে। [illegible] ...[illegible] উঠার [illegible] হইলেন। ...[illegible] নিয়োগ হইলেই কা- ...[illegible]।

৮ই আশ্বিন মঙ্গলবার।

সেনাদলের [illegible] আর একটী ...প্রকাশ হইয়াছে। [illegible] অ ...ক সেনাপতি সাহেবের ঘোড়া সকল অব্য- ...বহার্য্য বলিয়া অল্প মূল্যে নীলাম ক- ...ন। [illegible] ও তাঁহাদিগের বন্ধুগণ [illegible] ...[illegible] ক্রয় করিয়া থাকেন। সে সকল অশ্ব অকর্ম্মণ্য বলিয়া ২১৪ টাকায় বিক্রীত হই য়াছে, ঘোড় দৌড়ে তাহারা ১০০০। ২০০০ টাকা উপার্জ্জন করিয়াছে। সেনাদলে এই স কল দুর্ব্যবহার করে নিবারিত হইবে?

[illegible] বলেন গবর্ণমেণ্টের চাপরাশী প্র ভৃতি ভৃত্যগণ স্থানান্তরে যাইবার সময়ে যে ভাতা পাইয়া থাকে এখন অবধি কে কত পাইবে তাহার একটী নিয়ম স্থির করা হইবে

[illegible] অন্ন কষ্টের [illegible] বৃদ্ধি হই তেছে গবর্ণমেণ্ট [illegible] রিপোর্ট চাহি- য়াছেন। দুর্ভিক্ষের অবশিষ্ট টাকা ঐ স্থানে দেওয়া হউক না কেন?

ইংলিসম্যানের এক জন লণ্ডনস্থ সংবাদ দাতা বলেন [illegible] জন ফরাসী শিল্প প্রদর্শন গৃহে বরফ প্রস্তুত করিবার এক অদ্ভুত কল করিয়াছেন [illegible] অগ্নি ও জল দ্বারা অর্থাৎ বা ষ্পীয় কলে বরফ প্রস্তুত হইতেছে। বর্ত্তমান কল অপেক্ষা ইহাতে [illegible] অধিক হই- তেছে।

[illegible] আদালতে আটনী শিয় [illegible] দুই জন মক্কেলের নিকট টাকা লইয়া মোকদ্দমার সময় উপস্থিত হন নাই বলিয়া [illegible] তাঁহার চরিত্রের প্রতি [illegible] মক্কেলদিগকে টাকা [illegible] [illegible] কোর্ট আদালতে নালীশ করিতে বলিয়াছেন। এই সকল ব্যাপার স র্ব্বদা ঘটিয়া থাকে [illegible] বর্ত্তমান মোক্তার ও উকীলদিগের চরিত্রের তত্ত্বাবধান জন্য টৌ- ন্সলবারের [illegible] সভা করিবার বিষয়ে কেহই কথা কহেন না।

[illegible] হইতে [illegible] হিউম সাহেবের মৃত্যু সংবাদ আসিয়াছে। হিউম সাহেব [illegible] ও এদেশের হিত কারী ছিলেন।

বোম্বাইয়ের [illegible] সভায় সেশিয়ন বন্ধ হইয়াছে।

৯ই আশ্বিন বুধবার।

বোম্বাইয়ের কোর্ট আদালতকে এই ক্ষম- তা দেওয়া হইয়াছে যে ঐ আদালত ১০০০ টা [illegible] পর্য্যন্তের মোকদ্দমা করিতে পারিবেন। এই বিষয়ের বিল তত্রত্য ব্যবস্থাপক সভায় বিধিবদ্ধ হইয়াছে। হে [illegible] আদালতের কর্ত্তব্য

গত কল্য প্রধানতম বিচারালয়ের ফৌজ ...দারি সেশিয়ান বসিয়াছে। [illegible] সাহেব ...চারপতি। প্রতিবারে সেশিয়ান হইয়া... এবার অল্পই মোকদ্দমা আছে।

বলশিয়র সেনাদলের বিষয়ে আমরা ... মত প্রকাশ করিয়াছিলাম, [illegible] ...হাতে অনুমোদন না করিয়া [illegible] ...শ করিয়াছেন। সম্পাদক [illegible] ...দেখিবেন, যতদিন [illegible] ...বল ও সাহসের বৃদ্ধি না হইবে, [illegible] ...রোপীয় দলে সম্মান নাই।

[illegible] নগর ক্রমশঃ সমুদ্র গর্ভে [illegible] ...হে। [illegible] পুনর্ব্বার এবিষয়ে [illegible] ...ক্ষেপ প্রকাশ করিয়াছেন। গবর্ণমেণ্টের [illegible] ...র রক্ষার্থ চেষ্টা করিয়া যদি কৃতকার্য্য হইবার ...সম্ভাবনা না থাকে তবে বৃথা টাকা নষ্ট করি[illegible] ...ন কেন।

১০ই আশ্বিন বৃহস্পতিবার।

[illegible] যাবতীয় শস্য অগ্নিমূল্য হইয়াছে। ...[illegible] ইউরোপীয় ও এতদ্দেশীয় সকল [illegible] ...র করিয়াছেন বণিকেরা এক বাক্য হইয়া [illegible]

[illegible] হইয়াছেন। এবিষয়ের অনুসন্ধান করা কর্ত্তব্য।

বোম্বাইয়ের ব্যবস্থাপক [illegible] ভৃত্য দিগের ব্যবহার নিবারণের এক আইন করিয়াছেন। ভৃত্যেরা অবাধ্যতা প্রকাশ করিলে [illegible] হইবে এবং কর্ম্মত্যাগ করিবার এক মাস পূর্ব্বে [illegible] প্রভুদিগকে সংবাদ দিতে হইবে। [illegible] বুদ্ধিমান হইলে ভৃত্যগণের দুষ্ক্রিয়া [illegible] কঠিন। আমরা দেখিতেছি [illegible] ব্যবস্থাপকগণ শেষে রোমীয় মহা[illegible] ন্যায় বস্ত্র ও অলঙ্কারের বিষয়েও [illegible] করিতে আরম্ভ করিবেন।

[illegible] আণ্ডারসন গবর্ণমেন্টের নিকট [illegible] রিপোর্ট করিয়াছেন দারজিলিঙে [illegible] বৃক্ষ হইতে পারে। ইহার চাষ [illegible] ততই ভাল।

[illegible] দ্বীপের লোকেরা তত্রত্য ভূতপূর্ব্ব [illegible] কর্ত্তা সর হেনরি ওয়ার্ডের স্মরণার্থ [illegible] পিত্তলের প্রতিমূর্ত্তি স্থাপিত করি[illegible] [illegible] ক্যানিঙের প্রতিমূর্ত্তির কি ঘটল ?

[illegible] গেজেট বলেন চিত্রাল নিরানে পুনর্ব্বার গোলযোগ হইতেছে।

[illegible] ইংরাজদিগের অধিকার মধ্যে [illegible] বর্ষে নিম্নলিখিত বাণিজ্য হইয়াছে ;—

আমদানী	২,৮৫,৫৩,০৭৯
রপ্তানী	৩,৫২,৫৫,৮৪৯
	৬,৩৮,১১,৯২৮

এসকল সুখের বিষয় বটে কিন্তু কবে বঙ্গ[illegible] হইতে এইসকল প্রদেশের ব্যয়ের [illegible] পাইবে।

১১ই আশ্বিন শুক্রবার।

[illegible] ক্রিকেটকে ইউনাইটেড সার্বিস [illegible] (ক্রীড়া বিশেষ) হইতে বহিষ্কৃত করা হইয়াছে।

আমরা আহ্লাদিত হইলাম ভারতবর্ষীয় [illegible] কলিকাতার ইনকম টাক্স কমিসনরদিগের [illegible] বিরুদ্ধে ভারতবর্ষীয় গবর্ণমেন্টের [illegible] আবেদন করিয়াছেন। ভারতবর্ষীয় [illegible] যে স্তব্ধ হইয়াছিলেন ইহাই [illegible]

১২ই আশ্বিন শনিবার।

[illegible] যে ইউরোপীয় সংবাদ আসিয়াছে, তদ্দ্বারা জানা যাইতেছে, আমেরিকার গবর্ণমেন্টের সেনারা ক্রমশ পরাজিত হইতেছে। সেনাপতি পোপ পরাজিত হইয়াছেন। বিদ্রোহীরা ওয়াশিংটনের নিকট আসিতেছে। আমরা দুঃখিত হইলাম গারিবল্ডি সম্প্রতি যুদ্ধে যে আঘাত প্রাপ্ত হইয়াছেন, তদ্দ্বারা তাঁহার জীবন সংশয় হইয়াছে।

গবর্ণমেণ্ট আজ্ঞা দিয়াছেন ভারতবর্ষীয় সৈনিক পুরুষেরা পেন্‌সন পাইলে তাহারা ইংলণ্ডীয় [illegible] রাজ্যে বা উপনিবেশে থাকিয়া [illegible] হইতে পারিবেন।

[illegible] সাহেবের বিধবা স্ত্রীর জন্য [illegible] টাকা সংগৃহীত হইয়াছে।

১৪ই আশ্বিন সোমবার।

ইংলণ্ডের [illegible] সেক্রেটারি [illegible] সম্মানিত হইয়াছিলেন। তিনি [illegible] অনেক বিষয়ে [illegible] করিয়া [illegible] তাঁহার [illegible] এক, তাঁহাকে [illegible] করা হইয়াছে [illegible] নিতান্ত উপযোগী [illegible]।

অযোধ্যার বিচারসংক্রান্ত কমিসনর [illegible] সাহেব [illegible] সাহেবের পরিবর্ত্তে কলিকাতার প্রধানতম বিচারালয়ের এক জন বিচারপতি হইয়াছেন।

অদ্য পূর্ব্ব বাঙ্গালার রেইলওয়ে [illegible] পর্য্যন্ত খুলিয়াছে। [illegible] কোট আরোহণ করিয়াছিলেন। কিন্তু আমরা এই কোম্পানির বাণিজ্যের লাভের বিষয়ে শঙ্কিত হইতেছি। [illegible] পুনর্ব্বার বলিয়াছেন, [illegible] পড়িয়াছে [illegible] আসামের দ্রব্যাদি যাইবে না। যাবৎ [illegible] হইয়া [illegible] ও করিমগঞ্জে একটি শাখা না করিলে পূর্ব্বাঞ্চলের বাণিজ্য রেইলওয়েতে আসিবার [illegible]।

করাচিতে ম্যাঞ্চেষ্টরের মজুরদিগের জন্য ২০০০ টাকা সংগৃহীত হইয়াছে।

এমত জনশ্রুতি কর্ণেল ক্রিষ্টির বিষয় লইয়া লার্ড এলগিন ও সর হিউরোজের মনোভঙ্গ হইয়াছে। এবিষয় সর চার্লস উডের নিকটে প্রেরণ করা হইয়াছে। লার্ড এলগিন এসকল ত্যাগ করিয়া সর্ব্বসাধারণের নিকটে আত্মপরিচয় প্রদান করুন। আমরা অদ্যাপিও তাঁহাকে চিনিতে পারিতেছি না।

১৫ই আশ্বিন মঙ্গলবার।

দিল্লী গেজেটের কাবুলস্থিত সংবাদদাতা বলেন দোস্ত মহম্মদ খাঁ একদিকে হেরাট আক্রমণ করিয়াছেন [illegible] পারস্যাধিপতি বলিয়াছেন, আমীর যদি হেরাট অধিকার করেন, তাহা হইলে তিনি [illegible] আক্রমণ করিবেন। সন্ধি অনুসারে হেরাট স্বাধীন থাকিতে পারে। ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট এবিষয়ে যেন অন্ধ না হন।

উক্ত পত্রের [illegible] সংবাদদাতা বলেন [illegible] নগরে [illegible] করিতে [illegible] গমন করিয়াছেন [illegible] প্রভৃতি [illegible] গমন করিয়াছেন। [illegible] হইয়াছেন।

উত্তর পশ্চিমাঞ্চলের এক [illegible] কর্ম্মচারী এক [illegible] মোকদ্দমায় [illegible] হওয়াতে তত্রত্য গবর্ণমেণ্ট প্রকাশ্য [illegible] তাঁহার চরিত্রের প্রতি দোষারোপ করিয়াছেন। উচিত কার্য্য হইয়াছে।

হরকরা প্রকাশ করিয়াছেন [illegible] যে ব্যক্তি এক [illegible] প্রকাশ করিয়া বধ করিয়াছি। [illegible] অদ্যাপিও তাঁহার বিচার হয় নাই।

[illegible] সর্ব্বসাধারণকে [illegible] করিয়াছেন। [illegible] ইউরোপীয়দিগের [illegible] করাতে [illegible] হইয়াছেন [illegible] সেদিন [illegible] এক প্রধান [illegible] বলিয়াছেন [illegible] ইনকম টাক্স উঠাইয়া না দিয়া আর কোন কর উঠাইয়া দেওয়া [illegible] কর্ম্ম। [illegible] ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট [illegible] দিবেন ?

১৬ই আশ্বিন বুধবার।

লেপ্টেনন্ট গবর্ণর ভাগলপুরে গমন করিয়াছেন। শীতকাল তিনি তথায় অতি থাকি[illegible]

...ত করিবেন। লার্ড এল্‌গিন শীঘ্র নীলগিরি [illegible] পর্বতে গমন করিবেন। আমাদিগের গবর্নর ও [illegible] গবর্নরেরা কি কেবল হাওয়া খাইয়া বেড়াইবেন? বীডন সাহেব পূর্ব্বাঞ্চলে [illegible] ছিলেন, কি করিয়া আইলেন কিছুই [illegible] গেল না। তাঁহাদিগের পার্শ্বেরা [illegible] তাঁহাদিগের নিজ [illegible] হইতে সম্পন্ন [illegible]?

বোম্বাই প্রেসিডেন্সিতে [illegible] হইতেছে [illegible] গবর্ণমেণ্ট [illegible] করিতে বলেন কিন্তু কেহই তাহার [illegible] সমর্থ হন নাই।

[illegible] নিকটে এক খানি জাহাজ [illegible] হইয়া [illegible] প্রাণ নষ্ট হইয়াছে।

[illegible]

এরূপ [illegible]

[illegible]

[illegible] বাবু [illegible] আমাদিগের [illegible] ছিলেন। [illegible] হইয়াছেন। ইতিপূর্ব্বে উক্ত প্রে[illegible] সিডেন্সিতে এ প্রকার [illegible] নাই। আমাদিগের ইচ্ছা [illegible] নাথ যেন ২৪ পরগণার [illegible] প্রাপ্ত হন।

১৮ই আশ্বিন শুক্রবার।

লার্ড বার্কেস [illegible] সাহেবের [illegible] ও আগমন [illegible] আশার বিষয়ে আন্দোলন [illegible] করিয়াছেন। আমরা ইহা আন্দোলন [illegible] পাঠকগণকে উহার মর্ম্ম অবগত করাইব।

[illegible] মাদ্রাজবাসীরা [illegible] তাঁহার [illegible]

উক্ত [illegible]

[illegible]

১৯এ আশ্বিন [illegible]

[illegible]

২০এ আশ্বিন।

[illegible] আর মূল্য আরোপ হইয়াছে। গত প্রতি মাসে ১৫০০ টাকায় [illegible] তথাপি [illegible] সাহেবের হিসাব [illegible] টাকা [illegible] আছে।

বর্দ্ধমানের রাজা [illegible] হইয়া [illegible] এক জন সভ্য [illegible]

গবর্ণমেণ্ট [illegible] হিসাব প্রকাশ করিতেছে

২১এ আশ্বিন।

চীনদেশ হইতে সংবাদ আসিয়াছে [illegible] বিদ্রোহীরা পুনর্ব্বার [illegible] যাছে।

[illegible] হইয়াছেন, [illegible]

[illegible] হইয়াছে।

দুরাত্মা [illegible] হইয়াছে। তাহাকে [illegible] আমরা [illegible]

[illegible] আমরা [illegible]

[illegible]হার পুল [illegible] হইয়াছে। তাহা ভিন্ন [illegible] কর্ত্তব্য [illegible] প্রত্যহ [illegible] তাহারা শত শত লোককে [illegible] হইতেছে।

[illegible] পুনর্ব্বার আন্দোলন [illegible] হইয়াছে। [illegible] করিবার আশা [illegible]

[illegible] লেপ্টেনেন্ট গবর্ণর [illegible] লিখিয়াছেন [illegible] রাজপুরুষের [illegible] দেখিবার সময়েও [illegible] কুমার আলবার্টের [illegible] পত্রের উল্লেখ করা [illegible]

আমরা [illegible] প্রশংসা [illegible] গ্রহণ করিয়া [illegible] পূর্ব্বেও [illegible] প্রশংসনীয় [illegible]

[illegible]বলী। [illegible] ও দেয়া [illegible] হইল। [illegible] লাট [illegible]

[illegible]

[illegible] বিক্রি [illegible] যে ঘোষণা কর [illegible]

৩য়। প্রত্যেক লাট এক খণ্ডে ও এক সীমায় [illegible] হইবে। যে লাট কোন নদী বা [illegible] পার্শ্বস্থিত হইবে, [illegible] হইলে [illegible] নদী বা রাস্তার পার্শ্বে [illegible] ভূমির [illegible] অধিক হইবে না। পূর্ব্বে ভূমির [illegible] সীমাবদ্ধ না [illegible] আবেদন অনুসারে [illegible] না হইলে [illegible] না। তাহাতে ভূমি [illegible] যদি দেখা যায় যে [illegible] (অর্থাৎ [illegible] তাহা হইলে [illegible] ক্রীত হইবে না।

৪র্থ। [illegible] ভূমি গ্রহণ করিবার [illegible] কালেক্টরের নিকট [illegible] প্রত্যেক আবেদন [illegible] দিতে হইবে।—

১। [illegible] ও ভূমির [illegible]

[illegible] ভূমির [illegible] সীমা [illegible] হইবে।

৫ম। কালেক্টর যদি [illegible] ভূমি দ্বিতীয় [illegible] বিক্রয়ার্থ আবেদন [illegible] স্থান ও সীমা নির্দ্দিষ্ট [illegible] তিনি কোন বিশেষ [illegible] তাহা [illegible] টাকা [illegible] বিনা [illegible] বিক্রয় করিবার [illegible] কালেক্টর, [illegible] বানী কর্ম্মচারি, [illegible] হইবে।

৬ষ্ঠ। [illegible] মধ্যে ভূমি কালেক্টরের [illegible] কালেক্টর [illegible] করিবে [illegible] দিয়া [illegible] দিবেন [illegible]

[illegible] দিবসে যদি কেহ ভূমি [illegible] ক্রয় করিবার জন্য [illegible] না [illegible] তাহা প্রকাশ্য নীলামে বি[illegible] কিন্তু কোন স্থলে প্রতি বিঘা [illegible] বিক্রীত হইবে না। [illegible] প্রথম [illegible]

[illegible]বেদনকারির নিকটে এই ন্যূন মূল্যে বিক্রয় করা যাইবে।

৮ম। ভূমির [illegible] ও তাহার জরিপ প্রভৃতির [illegible] করিয়া দিলে [illegible] লেক্টর ক্রেতাকে এক [illegible] দিবেন (এই [illegible] লিস পীত্র রেবিনিউ বোর্ড দ্বারা প্রকাশিত হইবে) ইহা দ্বারা এই ভূমি উাঁহাকে পুত্র পৌত্রাদিক্রমে নিষ্কর ভোগ করিতে দেওয়া হইবে। কিন্তু [illegible] ক্রেতাকে যাবতীয় [illegible] সাধারণ কর দিতে হইবেক। এবং যদি [illegible] ক্রীত ভূমির উপর গবর্ণমেন্টের অথবা অন্য কোন ব্যক্তির [illegible] থাকে তাহা হইলে [illegible] জন্য উপযুক্ত [illegible] হইতে পারিবে।

৯ম। নীলামের পূর্ব্ব দিবস যদি কেহ ভূমির উপর দাওয়া করেন, তাহা যদি কালে[illegible] পারিবেন।

১০ম। [illegible] এ প্রকা[illegible] হইলে [illegible] অথবা [illegible] প্রেরণ করিতে [illegible] আবেদন [illegible] হইলে ক্রেতা [illegible] নিকটে [illegible] করিতে পারি[illegible]বেন।

১১শ। কমিসনর কালেক্টরকে [illegible] অথবা ভূমি [illegible] বিক্রয় করিবার আজ্ঞা দিতে পারিবেন। [illegible] যদি ইচ্ছা করেন [illegible] যদি কমিসনর [illegible] কোন ব্যক্তি [illegible] আছে, [illegible] ক্রেতার [illegible] টাকা [illegible] হইবে।

১২শ। ভূমি প্রাপ্ত হইলে [illegible] আজ্ঞানুসারে সীমা নিরূপণের [illegible] বৃক্ষ পোঁতা [illegible] অথবা অন্য [illegible] চিহ্ন স্থাপন করিতে হইবে।

১৩শ। প্রথম আবেদনকারির [illegible] যদি অন্য কোন ব্যক্তি ভূমি ক্রয় করেন [illegible] হইলে পূর্ব্বোক্ত ব্যক্তি জরিপ [illegible] যে টাকা জমা করিয়াছিলেন [illegible] তাহা ফিরাইয়া দেওয়া হইবে।

১৪শ। ক্রেতা কেতাপ্রসারে ভূমির মূল্যের [illegible] একবারে দিতে পারিবেন অথবা তিনি [illegible] দশমাংশ জমা করিয়া দিয়া বাকী টাকা [illegible] বৎসরের মধ্যে কিস্তিবন্দি করিয়া দিবে[illegible]। কিন্তু এমত স্থলে তাহাকে ঐ বাকী টা[illegible] প্রতি বৎসর শতকরা দশ টাকার হি[illegible] সুদ দিতে হইবে। তাহার ভূমি এই [illegible] প্রতিভূ স্বরূপ থাকিবে এবং তিনি [illegible] সময়ের মধ্যে টাকা না দিলে কালে[illegible] ভূমি পুনর্বিক্রয়ের ঘোষণা করিতে পা[illegible]রেন।

১৫শ। দ্বিতীয় ক্রেতা ভূমি লইয়া [illegible] মাসের মধ্যে যদি [illegible] দশমাংশ ও জরিপ প্রভৃতির টাকা জমা না করেন তাহা হইলে [illegible] পূর্ব্ব নিয়মানুসারে পুনর্ব্বার বিক্রীত হ[illegible]ইবে। কিন্তু এমত স্থলে প্রথম ক্রেতার [illegible] বাজেয়াপ্ত হইবে।

১৬। সাবস্তীয় কাটের মূল্য প্রতি একারে [illegible] ২॥ টাকার হিসাবে স্থির হইবে [illegible] কোন কারণে [illegible] হইবে না। কিন্তু বিশেষ স্থলে কালেক্টর [illegible] অনুমতি অনুসারে অধিক এর মূল্য [illegible] করিতে পারিবেন। কিন্তু কোন স্থলে [illegible] একারে দশ টাকার অধিক মূল্যে বিক্রীত হইবে না।

১৭শ। যদি [illegible] ভূমি ক্রম ক্রমে [illegible] বিক্রীত [illegible] তাহা প্রথম [illegible] কালেক্টর [illegible] ক্রেতার [illegible] দ্বিতীয় ও তৃতীয় বার বিক্রীত [illegible] হইলে [illegible] প্রথম [illegible] জমী টাকার শতকরা দশ [illegible] পাইবেন।

[illegible] পূর্ব্ব প্রচলিত কোন নিয়মানু[illegible] যেখানে যে সকল পতিত [illegible] অধিকার [illegible]

[illegible] কাটিত বিল, জঙ্গল, [illegible] মূল্য নিরূপিত করিবার আজ্ঞা [illegible]। [illegible] তাহা যে সমুদায় ভূমির অন্তর্গত [illegible] করিয়া ভূমির সহিত এক মূল্যে বিক্রীত হইবে। [illegible]

তাহা এই নিয়মানুসারে চিরস্থায়ী বন্দোবস্তের ন্যায় জমা করা হইবে। এই ভূমির স্বামী ইচ্ছা পূর্ব্বক তাহা নিষ্কর ক্রয় করিতে পারিবেন। জমির মূল্য [illegible] নির্দ্ধারিত করিতে হইবে যে [illegible] শতকরা পাঁচ টাকার হিসাবে [illegible] বাৎসরিক করের সমান হয়। কিন্তু [illegible] প্রতি একারের মূল্য ২॥০ [illegible] টাকা ন্যূন হইবে না।

১৯শ। পতিত ভূমি বিক্রীত হইলে সে সমাচারের এক [illegible] রেবিনিউ বোর্ডের নিকটে প্রেরণ [illegible] হইবে। [illegible] এই হিসাব প্রকাশ [illegible] কিন্তু কোন উ[illegible] এই নিয়মানুসারে কালেক্টর [illegible] বিক্রয়ের পরিবর্ত্ত করিতে পারিবেন না।

২০শ। গবর্ণমেণ্টের প্রকাশ্য অনুমতি ব্যতীত [illegible] ভূমি নগর ও জেলা র নিকটবর্ত্তি [illegible] ভূমি [illegible] ও [illegible] ভূমি বিক্রীত হইবে না। রেবিনিউ বোর্ড এই সক[illegible] ভূমির এক হিসাব প্রকাশ করিবেন। ঐ হি[illegible] অনুমোদিত হইলে [illegible] প্রকাশিত হইবে।

২১শ। ১৮৫৩ সালের ১৭ই অক্টোবরের [illegible] অনুসারে যে সকল [illegible] রেজিষ্টরি করা হইয়াছে তাহা [illegible] বিক্রীত হইবে। কিন্তু [illegible] বিক্রীত হইবে না।

২২শ। এই [illegible] হইলে [illegible]

পত্র প্রেরকের [illegible]

শ্রীযুক্ত [illegible] আমা[illegible]দিগের নিকট [illegible] প্রেরিত পত্র [illegible] বিষয়ে তাহার [illegible] লিখিত হয় নাই বলিয়া আ[illegible] প্রকাশ করিলাম না।

যশোহর বক্তার পত্রে কোন সম্ভ্রান্ত ধার্ম্মিক ব্যক্তির নিন্দা লিখিত হইয়াছে, পত্র প্রেরক আপনার নাম প্রকাশ ও বিশিষ্ট প্রমাণ না দিলে আমরা তাহা প্রকাশ করিতে পারি না।

পার্ব্বতীচরণ [illegible] পারা হয়। [illegible] তাহা [illegible] হইল।

কাশ্মীর [illegible] পরিত্যাগ করা গেল

ময়মন [illegible] কোন নূতন সংবাদ নাই।

[illegible] সোমপ্রকাশে প্রকাশ হইয়াছে।

ফরিদপুরের পত্র প্রেরক [illegible] করিয়া [illegible] জ্ঞাপন করুন।

অনধিকারী যেরূপ পত্র লিখিয়াছেন, তাহা প্রকাশ যোগ্য নহে।

মহেন্দ্রনাথ [illegible] এরূপ [illegible], তাহা[illegible]র দ্বারা চিকিৎসালয় [illegible] উৎপাতের [illegible]

এতদ্ভিন্ন, [illegible] চিকিৎ[illegible] ও [illegible] হইল, কয়েক [illegible] র বিষয় [illegible]

[illegible] চিকিৎসা [illegible] ক্রমে [illegible] ঘটিবার [illegible] ও অত্যন্ত [illegible] এই চিকিৎসালয় [illegible] হয় [illegible] নায়কদের সমুদায় বেতন নিয়মিত রূপে দান করিয়া থাকেন। গবর্ণমেণ্ট ঔষধ ও অস্ত্রাদি প্রদান করিতেছেন এবং [illegible] এই চিকিৎসালয়ের নিমিত্ত [illegible] একটী উৎকৃষ্ট অট্টালিকা প্রস্তুত করিয়া দিবার নিমিত্ত অনুমতি করিয়াছেন, বর্ষান্তে তাহাও আরম্ভ হইবে। কেবল [illegible] বেতন ও [illegible] রোগীর আহার [illegible] অর্থাৎ চাঁদাদ্বারা [illegible] হয়। রোগীদিগের আহার প্রদান করা দূরে থাকুক এক্ষণে [illegible] চাকরেরা ও বেতন পাইতেছেন না। যাঁহারা চাঁদা দিয়াথাকেন তাঁহাদের মধ্যে অনেকেই এরূপ বলিতেছেন যে, ঐ [illegible] আমাদের স্বার্থ কি? যদি [illegible] আমা[illegible]দিগের পীড়া হইলে [illegible] বাটীতে [illegible] চিকিৎসা করেন, তবে চাঁদা প্রদান করিতে পারি, নতুবা আমরা একপয়সাও দি[illegible]

প্রদান করি না, সম্যক [illegible] [illegible] আপত্তি [illegible] মধ্যে অনেকেই [illegible] বাবোইয়ারি [illegible] বর্ষে বর্ষে ন্যূনাধিক ২০০০ টাকা [illegible] থাকে, এবং বাবু [illegible] [illegible] অবশ্যই [illegible] [illegible] হন। [illegible] জিজ্ঞাসা করি তাহাতে [illegible] স্বার্থ কি? [illegible] কেবল [illegible] [illegible] তাঁহাদের প্রতি আমি [illegible] [illegible] তাঁহারা সার্থ [illegible] [illegible] এই [illegible] হইতে [illegible] [illegible] [illegible] মহল [illegible] [illegible] ব্যক্তি [illegible] বিনা [illegible] [illegible] [illegible] [illegible] মাসিক টাকা [illegible] অধিক [illegible] করিয়া থাকেন। [illegible] কেবল [illegible] মাত্র। [illegible] এক [illegible] [illegible] [illegible] [illegible] এই [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] [illegible] পরে [illegible] করাইবেন। [illegible] [illegible] [illegible] [illegible] করিবেন। [illegible] যদি [illegible] প্রকৃত [illegible]

[illegible] মহাশয়! [illegible] হইল আমি [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] সকল [illegible] [illegible] [illegible] নির্বাহ [illegible] [illegible] যখন [illegible] [illegible] তখন [illegible] [illegible] [illegible] অধিক [illegible] [illegible] না, তখনই [illegible] [illegible] এই [illegible] [illegible] মাত্র [illegible] [illegible] নবীন [illegible]

[illegible] আমি বিনীত [illegible] [illegible] ঐকমত্য অবলম্বন পূর্ব্বক এই [illegible] কার্য্য [illegible] [illegible] তাঁহাদের প্রতি আর কিছু বক্তব্য নাই।

[illegible]

[illegible]

শ্রী সোমপ্রকাশ [illegible]

মহাশয় [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] প্রথম [illegible] [illegible] দর্শনেই [illegible] [illegible] দেখিলাম, বাবুদের [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] প্রধান [illegible] [illegible] দেখিলাম [illegible] [illegible] [illegible] [illegible] উপস্থিত [illegible] [illegible] থানার উপর [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] মহাশয়, [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] কিন্তু [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] কোন [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] বিচারের [illegible] থানায় প্রবেশ [illegible] [illegible] [illegible] [illegible] মহাশয়দিগের [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] হইতে

পারে না। [illegible] একরূপ প্রণালী [illegible] তথা হইতে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] এক [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] কথা [illegible] [illegible] [illegible] [illegible] মাজিষ্ট্রেট [illegible] সাহেব [illegible] অবস্থিতি করিয়া [illegible] [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু।

কাটঁটাবপুর, জেলা যশোহর ১১ই সেপ্টে-

ম্বর ১৮৬৬।

সম্পাদক মহাশয়! আমি অনেককাল হইল
ম বিষয় কর্ম্ম উপলক্ষে এই স্থানে উপস্থিত
সংবাদ লোকে পাঠ করিয়াছি-
যে অত্র স্থানে একটী সবডিবিসন হইয়াছে
অতি অপ্রসিদ্ধ স্থান বলিয়া তৎকালে
র বিশেষ বৃত্তান্ত অবগত হইবার কোন
যোগ ছিল না। মহাশয়ের এ প্রদেশে কোন
এ হাতা নাই, আমি সেই ভার গ্রহণ ক-
ত ইচ্ছা করি। যদিও এরূপ প্রস্তাব করা আ-
র পক্ষে অনুচিত সাহস বলিতে হইবে,
ধ করি এ স্থান সম্বন্ধীয় ঘটনা সকল ও ইহার
রিণ মহাশয়ের পাঠকবর্গের বিরক্তি জনক
বে না! বরং ইহার সুদেশ বিবরণ অবগত হ-
জানিতে অনেকেরই কৌতুহল জন্মিতে
যে পূর্ব্বে এই স্থান অসংখ্য দস্যুর আবাস
ন ছিল, নিবিড় বন ও পল্লিতে দস্যুবৃত্তি
রা তাহারা প্রাণ ধারণ করিত, পরিশেষে
ক ইতি কমিসনরগণ কর্ত্তৃক তাহাদের অনে-
কে ধৃত ও দ্বীপান্তরিত হওয়ায় অত্যাচার অ-
ক নিবারণ হয়, যাহারা কৌশল ক্রমে প্রচ্ছন্ন
ব ছিল এইক্ষণে জেলা হওয়ায় তাহারা
পদের আশ্রয় লইয়াছে। এই স্থান ভৈরবী
র বাম তীরে অবস্থিত, যশোহর নগর হই-
তে ১২ ক্রোশ দক্ষিণ পূর্ব্ব। গ্রামের আয়তন
ঘ ২ ক্রোশ, প্রশস্তে ১ ক্রোশ হইবে, এই
ম ন্যূনাধিক ১০০০ ঘর লোকের বাস, তন্ম-
ধ্যে ৩০০ ঘর মুচী, মুচীর সংখ্যা অধিক
বলিয়া চর্ম্ম পাদুকা সস্তা নহে, অন্যান্য দেশের
ন্যায় ইহারা চর্ম্মের ব্যবসায় অথবা জুতা
প্রস্তুত করে না, কৃষি কর্ম্মের দ্বারাই ইহাদের
পোষণ চলে। উক্ত বর্ণের লোক সংখ্যা
ত অল্প, ভদ্রের সংখ্যা তদপেক্ষা অল্প এবং
বিদ্যা বা ধর্ম্মভীরু ব্যক্তি ত প্রায় পাওয়া
য় না। চিনি ও গুড়ের আমদানি ও রপ্তানির
জন্যই এ স্থান প্রসিদ্ধ, ২৫০। ৬০ টা ইউক
সিত চিনির কারখানা আছে। শীতকালে
স্থানে ৫। ৬ লক্ষ টাকার চিনি ও গুড় ক্রয়
বিক্রয় হইয়া থাকে, এই কালে এ স্থানে বড়
বাহু ল্য ও বহুসংখ্য লোক সমবেত হই-
ক। নিধিরামপুর হইতে মহাজনেরা শর্করা
য় করিতে সমাগত হয়েন, অগ্রহায়ণ মাস হ-
ত চৈত্র মাস পর্য্যন্ত ঐ সমস্ত লোক এখানে
স করে, এই কয়েক মাস বিসূচিকা রোগের
প্রাদুর্ভাব হয়, নগর, লকটা, বালক ও মা-
কগণের কোলাহলে পরিপূর্ণ হয় এবং কষ্টের
রসীমা থাকে না। এক বৎসর অতীত হইল
খানে একটী ছোট আদালত স্থাপিত হইয়া-
একটী ডেপুটী মাজিষ্ট্রেটের কাছারি ও
ন, এবং একটী ডাকঘর আছে, একটী ইনকম
জ আসেসরের কাছারি ছিল, সম্প্রতি তাহা

উঠিয়াছে, এখানে অন্যদেশ পাটিয়ার
মাটির কার্য্য। এখানকার রাজপথ
অতিশয় বিস্তীর্ণ পরিষ্কৃত ও পবিত্রতা সম্বন্ধ,
অনেক অতি উত্তম কিন্তু স্থানে স্থানে পার্শ্ব,
স্থাকার গর্ত্ত বৃষ্টিজল পুষ্করের ন্যায় থাকায় গ্রীষ্ম
কালে অত্যন্ত উষ্ণ হয়। শীতকালে যে সকল
ইক্ষুকারুর জন্য গর্ত্ত থাকে এক্ষণে সে সমুদায়
জলাকীর্ণ হইয়াছে। বর্ষার জন্যু কেহ তাহার
সাধারণের অভাবে একণে বিচার কার্য্য অতি অপ্র-
শস্ত গৃহমধ্যে নিষ্পন্ন হইতেছে। স্থান অতি
সংকীর্ণ বলিয়া বাদি প্রতিবাদি সকলকে আদা-
লত ঘরের বাহিরে দণ্ডায়মান থাকিতে হয়,
এ অসুবিধা দূরীকরণার্থে গ্রামের পশ্চিম প্রান্তে
অতি মনোহর ও বিস্তৃত এক প্রান্তর মধ্যে
কয়েকটী বহুমূল্য অট্টালিকা নির্ম্মিত হইতেছে,
দুই তিন মাসের মধ্যেই নির্ম্মাণ কার্য্য সাঙ্গ হই-
তে পারে। এ প্রদেশে খাদ্য ও পানীয় দ্রব্য
বিক্রয় জন্যে, আহারীয় বা পানীয় দ্রব্য অল্প
মূল্য নহে, উচ্চ মূল্য দিলেও মিলা ভার। এ
দেশের লোক অত্যন্ত ধূর্ত্ত ও কপট, নিজ হি-
তের নিমিত্ত করিতে না পারে এমন কুকর্ম্ম নাই
স্বার্থের অনুরোধে কাহারও প্রাণ বধ করিতেও
দ্বৈধ করে না। পরোপকার ও সরল ব্যবহার
কাহাকে কহে তাহা ইহারা একেবারে জানে
না, অকারণে লোকের নিন্দাবাদ ও গ্লানি করা
ইহাদিগের স্বাভাবিক সংস্কার। প্রায়ই কেহ
কাহার সুখ্যাতি করে না, নীচ জাতীয় লোক
অত্যন্ত অবাধ্য ও অবিনীত, ধনী ব্যক্তিরা অর্থ
গৃধ্নু, বাবুভেঁ ও ধর্ম্ম জ্ঞান বর্জ্জিত। এখানে স-
ম্প্রতি একটী মাইনর স্কুল হইয়াছে ও গবর্ণমেণ্ট
সাহায্যে প্রায় একটী ইংরাজী বিদ্যালয় ছোট
আদালতের জজ পরোপকারি, বিদ্যানুরাগী
শ্রীযুক্ত বাবু দ্বারকানাথ রায় বাহাদুরের এ-
কান্ত যত্নে ও সাহায্যে সংস্থাপিত হইয়াছে।
ইনি অতি মহাত্মা এবং সাধারণ হিতকর ব্যা-
পারে ইহার যৎপরোনাস্তি উৎসাহ ও অনুরাগ,
বিচার কার্য্যেও ইহার যথেষ্ট সুখ্যাতি, যদিও
প্রাচীন হইয়াছেন তথাপি নবকের ন্যায় প-
রিশ্রমী। এ দেশের সৌভাগ্য বলিতে হইবে
যদি ইহার আর কিছু দিন এখানে থাকা হয়।
এখানে ইহা উল্লেখ না করিয়া ক্ষান্ত থাকিতে
পারিলাম না, যে এখানকার পুলিস দারোগা
বাবু পার্ব্বতীচরণ বন্দ্যোপাধ্যায় ও এখানের
জমীদার মহাশয়দিগের জ্যেষ্ঠ বাবু কেবল-
রাম রায় মহাশয়েরা উপরি উক্ত বিদ্যালয় ও
চিকিৎসালয় স্থাপনার নিমিত্ত যথেষ্ট শ্রম ও
আয়াস স্বীকার করিয়াছেন এ ... যাহাতে চির-
স্থায়ী হয় তাহার নিমিত্ত শরীর, মন ও অর্থ
দিয়া উপকার করিতেছেন। এ দেশের মঙ্গল
সাধনে এই মহানুভবদিগের যেরূপ অধ্যবসায়
ও উদ্যোগ দেখিতেছি তাহাতে অল্পকাল ম-
ধ্যেই দেশের অবস্থা উন্নতির বিলক্ষণ সম্ভাবনা।
এখানকার ডেপুটী মাজিষ্ট্রেট এক জন সাহেব,
ইনি ইতিপূর্ব্বে এক জন নীলকর ছিলেন কিন্তু

নীলকরদিগের
মতনিঃস্বার্থ আচ-
রণে ইহার ভাব
দেখিয়া থাকিতে
অত্যন্ত নিক-
টস্থের কর্ম্মচা-
রিগণ অবগত আছেন
সাধি বিস্তরের।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক

মহাশয় সমীপেষু।

সোমপ্রকাশ প্রকাশিত হওয়া অবধি আমরা
অবিচ্ছেদে তাহা সমাদর পূর্ব্বক পাঠ করিয়া
থাকি। যদি মম কতক আরম্ভ করিয়া তৈল-
দিন এই হি সকলকে ... সমাজের প্র-
কাশকদের উত্তর হওয়ায় আর্বিভূত প্রকাশ
হইয়াছিল যে বাঙ্গালা ... এই স্থ-
দেশীয় জনগণের যে এক অবস্থা ...
প্রথম ... হইবেক। ... প্রকাশিত
সোমপ্রকাশ ...
প্রকাশের ...
পাঠে আমি
সোমপ্রকাশ
উদয় হয় ...
ইহার দি... ...
বিজ্ঞতা ...
হাও সম্পাদকের
... পূর্ব্ব ...
... কালে
থাকের এক
মতে। এ স্থলে
প্রকাশ দ্বারা
হওয়ায় তাহ
স্থান (২) ...
লেখ বকেন
লাইখুব না
তাহা বন্দে
মক মহাশয়
হইয়াছে,
পরিতুষ্ট হই
এক কারণ
তর্ক করিয়া
এই মত আ
পূর্ব্বক আজ

---

(১) মম
কতকগুলি,
লেখক যদি
হইবে।

(২) পর
ব্যাপার ...
...
...
বিজ্ঞতা ...
লোক ...

[illegible]

সোমপ্রকাশে
এ প্রার্থন —
দুর্বলতা ও এই
কর ও প্রভাব
পরিশ্রম শী-
ঘ্রতর হইয়া
গুরু প্রবাহটী
[illegible]
..পদের মত
..তীব আদর
..দামী হইয়া
..অনবই অংশ
..তন ব্যবস্থা-
..প্রভৃতির অনু-
..ন পুত্রগণের
..হীর নিয়ম
..ও ইংলণ্ডে
..লিত [illegible]
..অধিকারী [illegible]
..দের কর্মচারি
..ন তাহা আর
.. ডেপুটী বাবু
.. করিয়াছেন
..ঐচ্ছিক নিয়ম
..উঠ কর। তবি
..ছেন অতথি-
..ক নিয়ম জন্য
..ক? ইচ্ছানু-
..র্ত্তস্বামীগণ
..দি পরিবার
..পারেন তৎ-
..। প্রতিবন্ধক
..র পুত্রগণের
.. [illegible]
..বাল প্রাপ্তী-
..তা। তজ্জন্য

..পত্র হইবেন
..কের জন্য কি
..সারক এভাব
..হলে এতদ্ভাব

..র্তি ..ৰ্ত্তি
..হ হইবে পত্র

করিলে অভিভাবক পুত্রের পাছে কৃষি লোপ হয় এই [illegible] করিয়া মনু প্রভৃতি শাস্ত্রকা-রেরা সেই বিভাগকে বর্জিত বলিয়া [illegible] শাস্ত্রের কিছু ইহা নিবৃত্তি কাল প্রতী[illegible] রিয়া পুত্রগণের মধ্যে বিভাগ করিয়া [illegible] তার পৈতৃকত্ব [illegible] র উল্লেখ করেন [illegible] বোধ হয় সেই [illegible] ই এতদ্দেশের [illegible]

[illegible] মারে কৃষি বিভাগ করিয়া [illegible] আছে যে কৃষকগণাধি- [illegible] রা আপন চরম কালে [illegible] হইয়া ইচ্ছানুসারে [illegible] পুত্রের মধ্যে রাজা শিবচন্দ্রকে অতএব ডেপুটী বাবু যে ঐচ্ছিক আ-[illegible]দিগের অনুরোধ করিয়াছেন তাহা [illegible] মঙ্গলোপযোগী বোধ হইতেছে না।

[illegible] এতদ্দেশের সামাজিক নিয়মাদির দোষ [illegible] [illegible] সকল শীঘ্র পরিশোধিত না হইতেছে [illegible] ইংলণ্ডের ন্যায় জ্যেষ্ঠ পুত্র ভূসম্পত্তির অধি-কারী হইলে আকাঙ্ক্ষিত ফল লাভ হইবেক [illegible] বোধ হয় না। অতৈ এতদ্দেশের ভূম্যধি কারিগণের মধ্যে অধিকাংশ ব্যক্তি লেখা পড়ার অনভিজ্ঞ ইহা বলা অধিক। দ্বিতীয় ঐশ্বর্য্যশালী বিলাসীদিগের মধ্যে বাল্যবিবাহ যে একাধিপত্য করিতেছে বোধ হয় তাহা কাহারও অবিদিত নাই অতএব পুতুল খেলার ন্যায় তাহাদের কন্যাগণের বাল্যবিবাহ অতীব ভয়াবহ। সুত-রাং সেই বালক বালিকার সহযোগে যে সকল সন্তান উৎপত্তি হয় তাহার মধ্যে প্রথম পুত্র যে নির্বীর্য্য; দুর্বল ও জড়বুদ্ধি হইবে তাহাতে আর কোন সন্দেহ নাই। এমত স্থলে জ্যেষ্ঠপুত্রকে হটাৎ তাহাদের ভূসম্পত্তির অধিকারী করিয়া দি-লে কি অনর্থের হেতু হইবেক না? প্রত্যুত এব দ্রুত জ্যেষ্ঠ পুত্রের অনবধানতায় ঐ বিষয় নষ্ট হইয়া অপর পুত্রগণের [illegible] মারা যাইতে পারে।

ইংলণ্ডে ঐ নিয়ম প্রচলিত থাকার একটী বিশুদ্ধ কারণ আছে তাহা এই:—এখানকার ন্যায় তথাকার জমীদারগণ সময়ে সময়ে রাজ কর দিতে বাধ্য নহেন, তথাকার জমীদারী কর শুদ্ধ, এ দেশে বর্ষে বর্ষে চারিবার অবধারিত দিবসে সূর্য্যাস্তের সহিত জমীদারের প্রাণও অস্ত হইয়া থাকে। এমত স্থলে বহুপুত্রগণের উপজীবিকা স্বরূপ জেলমাদারী তাহার কর্তৃ-ত্বের ভার এক ব্যক্তির হস্তে রাখা উচিত নহে।

পরিশেষে আমি এইমাত্র লিখিয়া এই প্রস্ত-বের উপসংহার করিতেছি যদি অস্মদ্দেশীয় মহা-শয়েরা উক্ত বিষয়ের আইন হওয়ার প্রার্থনা করণ পক্ষে মনোযোগ এমত হবে [illegible] বিয়া এইরূপ আইন হওয়ার প্রার্থনা করুন যে ভূসম্পত্তিযুক্ত জমীদারের সন্তানগণের মধ্যে যে পুত্র সর্ব্বপ্রকারে উপযুক্ত হইবেক তাহার পরীক্ষা লইয়া পিতার অবর্ত্তমানে সমুদায় বিষয়ে [illegible] করণের ক্ষমতা তাঁহাকে দেওয়া যা[illegible] পর পুত্রগণ তাঁহার নিকট হইতে [illegible] বুঝিয়া লন তাহা হইলে মঙ্গল [illegible] ইষ্টসিদ্ধি হইতে পারিবেক।

[illegible]

[illegible] পুত্রক[illegible] সহকারিতায় করিয়া অন্যান্য পত্রিকাগণের প্রাধান্য নিরূপিত করিবেন বহরমপুর। [illegible] একান্ত বশম্বদ

[illegible]

পরবপুর[illegible] সোমপ্রকাশ [illegible]ক মহাশয়েষু।

দৈবিক ভিত্তি[illegible] কর্ম ব্যতিরেকে আ-মাদিগের মিত্র[illegible] বাবু নবীনচন্দ্র মিত্র মহাশয় কালেক্টর বাবুর যে যে স্থানে আত্মহত্যা, অথবা বিবাদের দ্বারা আঘাত, চোট ও ক্ষত হয় তাহা পরীক্ষা করিবার ভার গবর্ণমেণ্ট হইতে প্রাপ্ত হন। কিন্তু দিন গত হইল আমরা জ্ঞাত হইলাম যে এখানকার গুণ পুরুষ মোক্তারেরা যখন কোন আহত ব্যক্তিকে ডেপুটি মাজিষ্ট্রেটের নিকট নালীশ করিতে দেখিত, তৎক্ষণাৎ ঐ মূর্খ মোক্তারের তাহাকে ও তাহার প্রতিপক্ষ দলকে পশ্চাল্লিখিত প্রব-ঞ্চনাজালে জড়ীভূত করিয়া উৎকোচ গ্রহণ করিতেন। যথা, যদ্যপি কোন ব্যক্তি লাঠির দ্বারা আহত হইয়া নালীশ করিত, তাহাকে কতকগুলি মোক্তারে বলিত, যদ্যপি তুমি কিছু অর্থ দাও তাহা হইলে এখানকার ডাক্তার বাবু এই প্রমাণ করিয়া দিবেন যে অস্ত্রের দ্বারা ক্ষত হইয়াছে, ও তাহা হইলে তোমার প্রতিবাদি-দিগের গুরুতর দণ্ড হইতে পারে। ওদিকে আ-[illegible] কতকগুলি মোক্তারে প্রতিবাদিকে এই পরামর্শ দিত, যদি কিছু টাকা দাও তবে ডাক্তার বাবু উহা সামান্য আঘাত বলিয়া তোমাদের পক্ষে সুযোগ করিয়া দিবেন। এই প্রকারে এখানকার ডেপুটি মাজিষ্ট্রেটের কাছারির মোক্তারেরা উল্লিখিত সুতরাং নিকৃষ্ট কৌশলের দ্বারা অর্থ উপার্জন করিতেন। কিন্তু এতদিনের পর নবীন বাবুর সৌভাগ্যক্রমে গৌরসিংহ নামক এক মোক্তার গত সং[illegible] স্বীয় কাজে পতিত হইয়া-ছেন এবং এই বিষয়টী নবীন [illegible] হই-মাত্র ঐ পামরকে কহিলেন "[illegible] যেন না প্রতারণা পরায়ণ [illegible] হইতে হয়"। পরে ঐ [illegible] মাজিষ্ট্রেটকে অবগত [illegible] করিয়া প্রমাণ পা[illegible] এই উৎকোচ [illegible] করিবেন তাহা [illegible]

[illegible]

সোমপ্রকাশ

" মহৎর্মা মহামিহিতায়ৰ পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং। "

{ সন ১২৬৯। ৪ কার্ত্তিক। ইং ১৮৬২। ২০ অক্টোবর } মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০ টাকা

গা।

বিজ্ঞাপন।

বলে সোমপ্রকাশ প্রের-

ণের নিয়ম।

মূল্য না পাইলে মফস্বলে সোম-

প করা যায় না। ইহার বার্ষিক

মুল সমেত ১০ এবং যাণ্মাসিক

পিত আছে। ছয় মাসের ন্যূনে

্য গ্রহণ করা যায় না। মফস্বলের

(ব্যক্তির সোমপ্রকাশ গ্রহণের ইচ্ছা

বি অগ্রিম মূল্য সহিত পত্র লিখিলেই

পাইবেন।

বিজ্ঞাপন।

গোমি ২৮এ ২৯এ ও ৩০এ অক্টোবর

বুধ ও বৃহস্পতিবার কলিকাতা ন

লে প্রবেশার্থিদিগের পরীক্ষা গৃহীত হ

সম্প্রতি ... টী ছাত্রবৃত্তি খালি আছে,

... খালি হইবার সম্ভাবনা আছে,

... বৃত্তিগ্রাহিছাত্ররূপে অথবা বৃত্তি

... ও তথায় পাঠ করিতে অভিলাষ

তাঁহারা উক্ত তিন দিবস বেলা ...

... সময় কলিকাতা মধ্যস্থ ... (...

...তের ৩৪ নং ভবনে) উপস্থিত ...

যাঁহাদিগের বয়ঃক্রম ১৬ বৎসরের ন্যূন

... বিদ্যালয়ে প্রবিষ্ট হইতে পারিবেন

... কেহ আপনার বিদ্যা ও চরিত্র বি

... প্রশংসা পত্র পাইয়া থাকেন তবে

লইয়া আসিবেন। পশ্চাল্লিখিত বিষয়

... পরীক্ষা গ্রহণ করা যাইবেক।

...রণ উপক্রমণিকা

... লিখন

...মুক্ত মনুষ্যের ও মানচিত্র লিখন।

বাঙ্গালার ইতিহাস প্রথম ও দ্বিতীয়ভাগ।

অঙ্ক ত্রৈরাশিক ও সামান্য ভগ্নাংশ পর্য্যন্ত।

জে, জি, মেড্‌লিকট

বাঙ্গালার মধ্য বিভাগের স্কুল ইনস্পেক্টর

১০ই সেপ্টেম্বর }

সন ১৮৬২ সাল }

নিউ ইণ্ডিয়ান লাইব্রেরি

৮৩ নং কলেজ ষ্ট্রীট।

পাষণ্ড দলন।

শ্রীযুক্ত বাবু ... বন্দ্যোপাধ্যায় মহাশয় গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুর ... এবং ... চারিত বৈষ্ণব ধর্ম্মের সমস্ত বিবরণ সংগ্রহ করিয়া গোঁড়ীয় সাধু ভাষায় পদ্যে রচনা ও মুদ্রিত করিয়া পাষণ্ডদলন নামে এক খানি অভিনব পুস্তক বিক্রয়ার্থে আমাদিগের প্রতি অর্পণ করিয়াছেন। আমরা উহার আদ্যোপান্ত পাঠ করিয়া ... যে, গ্রন্থকর্ত্তা ... অবিকল লিপি ... রচনার নিমিত্ত ... বিশেষ ... বৃদ্ধি করেন নাই অথচ ... অতি ... , বোধ করি এই পুস্তক ধর্মজিজ্ঞাসু ব্যক্তি মাত্রেরই প্রয়োজনীয়, বিশেষতঃ বৈষ্ণবধর্ম্মাবলম্বি মহাশয়গণের অতি আবশ্যক এবং গ্রহণকরা নিতান্ত উচিত যেহেতু বর্ত্তমানসময়ের বৈষ্ণবমহাশয়গণ অনেকেই স্বীয় ধর্ম্মের মর্ম্মে বঞ্চিত। পুস্তকের মূল্য ৷৵ বারো আনা মাত্র।

গুপ্ত চাটার্জ্জি

বিজ্ঞাপন।

আগামী ২৮ শে ও ২৯ শে অক্টোবর

১২ই ও ১৩ই কার্ত্তিক মঙ্গল ও বুধবার হুগ-

লী ... নর্ম্মাল বিদ্যালয়ের ...দিগের পরীক্ষা নর্ম্মালস্কুলস্থ উক্ত বিদ্যালয়ের ভবনে গৃহীত হইবে। পরীক্ষার বিষয় বাঙ্গালা ভাষা ব্যাকরণ কিঞ্চিৎ অঙ্ক ও ভূগোল। ইতি।

তাং ২৫ শে সেপ্টেম্বর ১৮৬২।

বাঙ্গালার মধ্যবিভাগস্থ বিদ্যালয় সমূহের আসিস্টাণ্ট ইনস্পেক্টর।

বিজ্ঞাপন।

নিউ ইণ্ডিয়ান লাইব্রেরি

৮৩ নং কলেজ ষ্ট্রীট।

ব্রাহ্ম সমাজের উপাচার্য্য শ্রীযুক্ত ... চন্দ্র বেদান্তবাগীশ তাঁহার দ্বারা প্রকাশিত গ্রন্থ সমুদয় বিক্রয়ের সম্পূর্ণ ভার আমাদিগের উপর অর্পণ করিয়াছেন, অতএব গ্রাহকগণ উক্ত গ্রন্থ সকল আমাদিগের নিকট তত্ত্ব করিলে প্রাপ্ত হইবেন ইতি।

প্রকাশিত পুস্তকের নাম।

বেদান্তসার তৃতীয়বার মুদ্রিত

পঞ্চদশী দ্বিতীয়বার মুদ্রিত

শ্রীমদ্ভগবদ্গীতা মূলটীকা ও ভাষা

ষট্চক্র নিরূপণ প্রভৃতি

বেদান্তের অধিকরণ প্রতি সংখ্যা

মহাভারতীয় শকুন্তলোপাখ্যান

ছয় উপনিষদ

সামবেদীয় সন্ধ্যা প্রয়োগ

বেদান্ত দর্শন শারীরিক সূত্রের প্রথ

সোমপ্রকাশ।

৪ঠা কার্ত্তিক সোমবার।

মারীভয়।

বিধাতার সৃষ্টির এই কি নিয়ম যে ম[illegible] নিঃশঙ্ক হইয়া সুখে কালযাপন করিতে পারিবে না? আমরা প্রায়ই দেখিতে পাইতেছি, এক একটি ভয় তাঁহার পিছনে লাগিয়া আছে। বঙ্গদেশীয়েরা এত দিন দস্যু তস্করাদির ভয়ে নিতান্ত কাতর ছিলেন। সে ভয়টি যেমন কিছু কমিয়া আসিয়াছে, তেমন এদিকে মারীভয় বাড়িয়া উঠিয়াছে। গ্রাম ও জনপদ বিশেষের মারীভয়ের কথা প্রায়ই আমাদিগের শ্রুতিগোচর হইয়া থাকে। বারাসত প্রভৃতি কয়েকটি গ্রাম যমের বাস্তভূমি হইয়া উঠিয়াছে বলিলেও হয়। জ্বর ক্রমশঃ বহু[illegible] স্বাধিকার বিস্তার করিতেছে। পাণ্ডু[illegible] সন্নিহিত গ্রাম সকলের [illegible] জ্বরের [illegible] পাঠকগণ ত পূর্ব্বেই শুনিয়াছেন, [illegible] নদীয়া জিলার অন্তর্গত দেবগ্রাম [illegible] সংখ্য গ্রামে অত্যন্ত মারী[illegible] হইয়াছে। এই মারীভয় সংক্রান্ত এক খানি প্রেরিত পত্র পাঠকগণ যথাস্থানে দর্শন করিবেন।

মধ্যে মধ্যে দেখিতে পাওয়া যায়, মারীভয় উপস্থিত হইলে তৎকালে কোন কোন স্থানে আপাততঃ তৎপ্রতীকারের কিছু কিছু চেষ্টা হইয়া থাকে কিন্তু তাহা সম্যক ফলোপধায়ী হয় না। বিশেষতঃ তাহার ভাবি মারীভয় [illegible] কোন ক্ষমতা নাই। যাহাতে [illegible] মারীভয় না হয়, সেই সেই উপায় [illegible] করাই সর্ব্বতোভাবে কর্ত্তব্য। মারীভয়ের উৎপত্তির অনেক গুলি কারণ আছে। [illegible] বিশেষ অনুসন্ধান করিয়া অজ্ঞাত কারণগুলির আবিষ্ক্রিয়া এবং জ্ঞাত কারণের নিরাকরণ চেষ্টা করিলে মারীভয়ের [illegible] শান্তি হইবার সম্ভাবনা [illegible] গবর্ণমেণ্টের ও দেশের লোকের উভয়েরই সবিশেষ যত্নবান হওয়া উচিত, অন্যথা কৃতার্থতা লাভ সম্ভাবনা নাই। যে অংশে গবর্ণমেণ্টের আর যে অংশে দেশের লোকের যত্ন আবশ্যক, তাহার উল্লেখ করা যাইতেছে।

বর্ষাবসান সময়েই প্রায় পল্লীগ্রামে জ্বর বিকারাদির সাতিশয় প্রাদুর্ভাব হয়। ইহার কারণ নিতান্ত দুর্ব্বোধ নহে; অনেক গ্রামে দেখিতে পাওয়া যায়, প্রশস্ত ও পরিষ্কৃত রাস্তা, ঘাট ও জলনির্গমের পথ নাই। চতুর্দ্দিক বনে ও জলে পরিপূর্ণ হয়। লতা পাতা প্রভৃতি পচিয়া উঠে। গৃহস্থেরা কর্দ্দমের ভয়ে অধিক দূরে গমন করে না, রথ্যা ও গৃহের পার্শ্বেই জঞ্জাল ও মলনিক্ষেপ করে। পথ সকল কর্দ্দমে ও দুর্গন্ধ দ্রব্যে পরিপূর্ণ থাকে, গমন কালে তাহা হইতে অতি অস্বাস্থ্যকর কুৎসিত বায়ু নির্গত হয়, তাহার আঘ্রাণমাত্রেই শরীরের সাতিশয় ক্লেশ ও বিকার জন্মে। এই সকল কারণে পীড়া না হইবে কেন? পীড়া হইলেও তাহার প্রতীকারের ও [illegible] উপায় নাই। অনেক স্থলে সুচিকিৎসক নাই, যাহারা চিকিৎসা করিয়া থাকে, তাহারা নিতান্ত অনভিজ্ঞ, তাহাদিগের দ্বারা পীড়ার শান্তি হওয়া দূরে থাকুক বরং আরো বৃদ্ধি হয়।

উপরে পীড়ার যে কারণ গুলি নির্দ্দিষ্ট হইল, গ্রামের লোকের ও রাজকর্ম্মচারিদিগের যদি সবিশেষ যত্ন থাকে, তাহার নিরাকরণ দুঃসাধ্য হয় না। গ্রামের প্রতি গৃহস্থ যদি যথাসম্পত্তি এবং উচিতমত কিছু কিছু দান করিয়া গ্রামে রথ্যা জলনির্গমাদির উৎকর্ষ সম্পাদন চেষ্টা করেন, তাহা অচিরেই সম্পন্ন হইয়া উঠে। কিন্তু আমাদিগের দেশের লোকের এমনি কুসংস্কার যে সে চেষ্টা দূরে থাকুক, আপনার নিকট হইতে [illegible] রথা, বৃথা ব্যয় [illegible] করেন। যাহা হউক, অতঃপর তাঁ[illegible] এই কুসংস্কার পরিত্যাগ করিয়া গ্রামের রাস্তা, ঘাট ও পুষ্করিণী প্রশস্ত ও পরিষ্কৃত করিবার এবং [illegible] প্রভৃতি কাটিয়া পরিষ্কার করিবার পাইন এবং যাহাতে গ্রামের মধ্যে চিকিৎসক ও উত্তম ঔষধ প্রা[illegible] হয়, তাহারও চেষ্টা করুন।

গবর্ণমেণ্টের কর্ত্তব্য এই, [illegible] কর্ম্মচারিদিগের প্রতি [illegible] এই আজ্ঞা প্রদান করেন [illegible] মধ্যে যে স্থানে বন [illegible] জঙ্গল তাঁহারা কাটাইয়া দেন এবং [illegible] প্রভৃতি অপরিষ্কৃত দৃষ্ট হইলে তাহা পরিষ্কার করান। [illegible] সংস্কার ক্রিয়ার নিমিত্ত গবর্ণমেণ্ট [illegible] গ্রহণ করিতেছেন তাহা এর [illegible] টাকা যাহা উপযুক্ত হইবে [illegible] কার্য্যে বিনিয়োজিত করা। কর্ত্তব্য [illegible] যেমন পুলিসকর্ম্মচারিদিগের তেমনি কর্ত্তব্য বোধে তাঁহারা যদি এই [illegible] অনুষ্ঠান করেন, তাহা হইতে [illegible] সিদ্ধির সম্ভাবনা। দ্বিতীয়, গবর্ণমেণ্ট [illegible] চিকিৎসালয় [illegible] সংখ্যা বৃদ্ধি করিতে হইবে। [illegible] লোকেরা [illegible] সেই সেই স্থানেই নূতন চিকিৎসালয় গুলি প্রতিষ্ঠিত [illegible] গবর্ণমেণ্টের সাহায্য [illegible] চিকিৎসালয় প্রতিষ্ঠিত করিবার যে রীতি আছে [illegible] পরিবর্ত্ত করিতে হইবে। এক্ষণে প্রায় [illegible] অর্দ্ধ দিবার নিয়মেই চিকিৎসালয় [illegible] ষ্ঠিত করা হইয়া থাকে। এ নিয়ম পরিব[illegible] করিয়া গবর্ণমেণ্ট অধিক ভার গ্রহণ ক[illegible] এবং ঐ ভার গ্রহণ করিয়া গ্রামস্থ [illegible] কের স্কন্ধে অল্পভার নিক্ষেপ কর[illegible] চতুর্থ, যখন যে স্থানে মারীভয় উপ[illegible] হইবে, মেডিকেল কমিসন নিয়োগ [illegible] তাহার নিদান নির্ণয় করিয়া তৎপ্রতী[illegible] চেষ্টা করা আবশ্যক।

[illegible] র জন্য বৃদ্ধির বক্তব্য।

[illegible] শাস্ত্র এত দুর্বোধ কেন? পুরাতন [illegible] এত পরিবর্ত্ত, নূতন আইনের এত [illegible] দিন দিন নূতন নূতন আইনের [illegible] হইতেছে কেন? মানুষের স্বভাবই কি কেবল তাহার কারণ? [illegible] দুষ্টাশয় ও ভ্রষ্ট স্বভাব হই- [illegible] যে তাহার দুষ্টতার নিবারণার্থ ব্যবস্থাপকদিগকে নানাবিধ কৌশল অবলম্বন করিতে হয়, সুতরাং ব্যবস্থাশাস্ত্র [illegible] ও দুর্বোধ হইয়া উঠে। ব্যবস্থাশাস্ত্রের [illegible] ও পরিবর্ত্তন শীলতার এই এক [illegible] কারণ নয়, ব্যবস্থাপকদিগের ও ব্যবস্থা প্রয়োজকদিগের ভ্রম প্রমাদাদিও তা- [illegible] একটী প্রধান কারণ। তাঁহারা ভ্রম [illegible] ও বিশুদ্ধ যুক্তির অনুসারী হইয়া ব্যবস্থা প্রণয়ন ও কার্য্যে তদ্বিনিয়োগ করিতে পারেন না, কাজে কাজেই [illegible] আইনের বহুল পরিবর্ত্তন ও নূতন [illegible] [illegible] প্রধানতম বিচারকেরা [illegible] বৃদ্ধি সংক্রান্ত [illegible] [illegible] আশঙ্কা [illegible] অত্যন্ত [illegible] উঠিবার সম্ভাবনা হইয়া উঠিয়াছে [illegible] মকদ্দমাটী এই —

[illegible] নদীয়া জিলার ডেপুটি [illegible] মৌলবী [illegible] বৃদ্ধি [illegible] করেন। ডেপুটি [illegible] ডিক্রি করিলে পর ঐ জিলার [illegible]

[illegible] ন বলেন, পূর্ব্বাপেক্ষা এক্ষণে শস্যের মূল্য বৃদ্ধি হইয়াছে; ১৮৫৯ অব্দের ১০ আইনের ১৭ ধারায় আছে, যদি প্রজার পরিশ্রম, যত্ন ও অর্থ সাহায্য ব্যতিরেকে ভূমির উর্ব্বরতা গুণ অথবা শস্যের মূল্য বৃদ্ধি হয়, তাহা হইলে খাজনা বৃদ্ধি হইতে পারিবে। অতএব যখন শস্যের মূল্য বৃদ্ধি হইয়াছে, তখন খাজনার বৃদ্ধি না হইবে কেন এই যুক্তি দেখাইয়া হিল্‌স বিঘা ভূমি এক টাকা করিয়া চাহেন। পূর্ব্বে ঐ সকল ভূমির খাজনা কিঞ্চিদধিক সোয়া পাঁচ আনা ছিল। অতএব নীলকরের প্রার্থনা [illegible] খাজনা বৃদ্ধি না করিয়া শস্যের মূল্য দ্বিগুণ বৃদ্ধি হইয়াছে এই যুক্তি ধরিয়া পূর্ব্ব খাজনার দ্বিগুণ বৃদ্ধি করিবার ডিক্রি দিলেন। [illegible] তাহার [illegible] হিল্‌স [illegible] ও [illegible] সাহেব [illegible] মীমাংসা করিয়াছেন, [illegible] আইন [illegible] শস্যের মূল্য দ্বিগুণ [illegible] হইয়াছে [illegible] খাজনা দ্বিগুণ [illegible] আইনের অনুসারী নহে। [illegible] দ্বিগুণাদি [illegible] এই [illegible] বিশুদ্ধ যুক্তির অনুমোদিত হইবে, [illegible] হিল্‌স সা- [illegible] খাজনা বৃদ্ধির ডিক্রি দিয়াছেন।

এবিষয়ে [illegible] কয়েকটি জিজ্ঞাস্য ও বক্তব্য উপস্থিত হইতেছে। প্রথম, শস্যের মূল্য বৃদ্ধি হইলে খাজনা বৃদ্ধি [illegible] নয়। শস্যের মূল্য [illegible] অধিক [illegible] সম্ভাবনা [illegible] তাহারা ভূস্বামীকে অধিক না দিবে কেন? কিন্তু এ- [illegible] তিন গুণ খাজনা

বৃদ্ধি করা যে কিরূপে বিশুদ্ধ যুক্তির অনুমোদিত হইতেছে, তাহা কোন ক্রমেই আমাদিগের বোধগম্য হইতেছে না। [illegible] বিচারপতি। এই যুক্তি প্রদর্শন করিয়াছেন, বোধ করি ভূমিতে প্রজার যে [illegible] স্বত্ব থাকে, ভূস্বামী তাহার তৃতীয় অংশ পাইয়া থাকেন. যে ভূমির উৎপন্ন যে শস্যের মূল্য পূর্ব্বে তিন টাকা মাত্র ছিল, এক্ষণে সেই শস্যের ছয় টাকা মূল্য হইয়াছে; একপ স্থলে উপস্বত্বের তৃতীয় অংশ ভূস্বামীর প্রাপ্য হইলে হিল্‌স সাহেব কিঞ্চিদধিক এক টাকা সোয়া পাঁচ আনা পাইতে পারেন, কিন্তু তিনি স্বয়ং এক টাকার অধিক প্রার্থনা করেন না, অতএব অধিক পাইতে পারেন না। এক্ষণে আমাদিগের বক্তব্য এই, বিঘা ভূমি তিন টাকা যেমন শস্যের মূল্য বৃদ্ধি হইয়াছে, তেমন পূর্ব্বাপেক্ষা কৃষিকর্ম্মের ব্যয়ও বৃদ্ধি হইয়াছে। পূর্ব্বে যে ভূমির এক বিঘা কর্ষণ তাহাতে বীজবপন ও ধান্যচ্ছেদন ও বহনাদি ক্রিয়া [illegible] টাকায় সম্পন্ন হইত, এখন ৩ টাকায় [illegible] ঐ সকল কর্ম্ম নির্ব্বাহ হওয়া কঠিন। একপ স্থলে ভূস্বামীর ঐ বর্দ্ধিত শস্য মূল্যের মধ্যে তৃতীয়াংশ পাওয়া কিরূপে হইতে পারে? কেবল যে কৃষি কার্য্যের ব্যয় বৃদ্ধি হইয়াছে একপ নয়, কৃষকের সাংসারিক ব্যয় দ্বিগুণের অধিক হইয়াছে। সুতরাং পূর্ব্বে যত ভূমির কৃষি কার্য্য করিয়া এক ব্যক্তির নির্ব্বাহ হইত, এখন তাহার দ্বিগুণ পরিমিত ভূমির কৃষি কার্য্য না করিলে তাহার চলিবার সম্ভাবনা নাই। সেই দ্বিগুণ ভূমির কৃষ্যাদি নির্ব্বাহ একের সাধ্যায়ত্ত নহে। তাহাতে যখন দুইজনের পরিশ্রম ও দ্বিগুণ অর্থ ব্যয় অপেক্ষিত হইল, তখন শস্যের দ্বিগুণ মূল্য বৃদ্ধি হইয়াছে বলিয়া প্রজার নিকট হইতে তৃতীয়াংশ গ্রহণ কিরূপে বৈধ হইতে পারে?

[illegible] এক বিঘা [illegible]

করিলে একজন কৃষককে দুইজন বোধ করিতে হয়। তাহা হইলে যুক্তি অনুসারে শস্যের মূল্য বৃদ্ধি হইল কৈ? তবে যে এক্ষণে আমরা কৃষকদিগকে অপেক্ষাকৃত কিঞ্চিৎ সচ্ছল দেখিতে পাইতেছি, তাহার এবটী বিশেষ কারণ আছে। পূর্ব্বে বৈদিক দেশে ছিল না। শস্য বিক্রয় না হওয়াতে শস্যের মূল্য সুলভ ও কৃষকের দুরবস্থা বৃদ্ধি হইত। এক্ষণে শস্য দেশ দেশান্তরে [illegible] হওয়াতে শস্যের মূল্য বৃদ্ধি [illegible] কৃষকের দুরবস্থার কিঞ্চিৎ অপনয় হইয়াছে [illegible] [illegible]। কিন্তু অনুধাবন করিয়া দেখিলে [illegible] [illegible] দেখিলে [illegible] বৃদ্ধি হই- [illegible] [illegible] [illegible]।

[illegible], আইসে [illegible] অনুসারে [illegible] যুক্তি [illegible] [illegible] [illegible] [illegible]। এক্ষণে [illegible] [illegible] বিশুদ্ধ যুক্তির অনুসারে [illegible] উপায় [illegible] [illegible] [illegible] উপরে [illegible] [illegible] [illegible] [illegible] বিবেচনা [illegible] [illegible] বিভিন্ন [illegible] [illegible] [illegible] [illegible] সন্দেহ নাই, [illegible] সম্ভাবনা [illegible]।

[illegible]

[illegible] ব্রাহ্মদিগের [illegible] [illegible] লিখিত হয়। [illegible] [illegible] দিয়া এক খানি [illegible] [illegible] নিকটে প্রেরণ করিয়াছেন। [illegible] [illegible] প্রকাশ করিলাম।

পত্র প্রেরক প্রথমে এই ভাবে [illegible] [illegible], ব্রাহ্মদিগের গৃহ বিচ্ছেদ [illegible] নাই, বরং পূর্ব্বাপেক্ষা বিশ্বাস ও কার্য্যোতে ঐক্যই দৃষ্ট হইতেছে। আহ্লাদের বিষয়। ব্রাহ্ম ধর্ম্ম হইতে এদেশের সম্যক উন্নতি লাভ হইবে, আমাদিগের মনে এরূপ প্রবল আশা আছে, যদি কোন কারণ বশতঃ তাহার উন্মূলন সম্ভাবনা [illegible] [illegible] মনো মধ্যে অতিশয় ব্যথা পাই। আমরা পূর্ব্বে শুনিয়াছিলাম, শ্রীযুক্ত বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর পিতৃশ্রাদ্ধ [illegible] [illegible] ব্রাহ্ম [illegible] [illegible] [illegible] আমরা ব্রাহ্মদিগের গৃহ বিচ্ছেদ এই শিরোনাম দিয়া প্রস্তাব লিখিয়াছিলাম। [illegible] যদি না হইয়া [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] আমরা [illegible] কথা [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] কোন [illegible] [illegible]।

দ্বিতীয়, [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] প্রথমতঃ ঈশ্বরের উপাসনা, দ্বিতীয়তঃ পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, তৃতীয়তঃ পিতার আত্মার উন্নতির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করা হয়, ইহাতে দোষ কি? যেদিবস ঈশ্বরের যে উপাসনা করা হইয়াছিল, তদ্বিষয়ে [illegible] [illegible] কোন বক্তব্য নাই উপাসনা [illegible] [illegible] বা কর্ম্ম। পিতার প্রতি কৃতজ্ঞতা [illegible] [illegible] অবশ্য কর্ত্তব্য, [illegible] [illegible] [illegible] না, আমরা [illegible] [illegible] [illegible] [illegible] লিখিয়াছি [illegible] [illegible] [illegible] শেষ দিন ও ক্ষণ নাই, [illegible] দিবস হউক, [illegible] দিবস হউক, [illegible] হউক, আর সাংবৎসর হউক, পিতার [illegible] যখন মনে উদয় হইবে, তখনই চিত্ত কৃতজ্ঞতা [illegible] [illegible] উঠিবে। পত্র প্রেরকও এ [illegible] স্বীকার করিয়াছেন। [illegible] তিনি [illegible], [illegible]। পৃথিবীরই রীতি [illegible] যে [illegible] যে কোন [illegible] সংঘটিত [illegible], সেই দিবস উপলক্ষেই তাহার সারণ [illegible] হয়। পিতার যে দিবসে মৃত্যু হইয়াছে, প্রতি বৎসর সেই দিনে স্মরণ করা স্বাভাবিক ও সঙ্গত।

আমাদিগের বক্তব্য এই, মৃতাহ স্মরণ করা যদি স্বাভাবিক হইত, [illegible] মৃতের [illegible] না [illegible] মৃত হওয়াতে যাঁহারা সে দিন [illegible] না পারেন, তাহাদিগকে দর্শ ও অমাবস্যাতে শ্রাদ্ধ [illegible] নিমিত্ত পুরোহিতদিগকে [illegible] [illegible] হইত না। [illegible] [illegible] সেই মৃততিথি শ্রাদ্ধকালীন [illegible] [illegible] উপস্থিত [illegible] [illegible]। [illegible] [illegible] পরিত্যাগ [illegible] [illegible] পিতার [illegible] কৃতজ্ঞতা [illegible] করিতে চাহেন, [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]। কৃতজ্ঞতা প্রকাশ [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] আপত্তি নাই।

তৃতীয়, পিতার আত্মার উন্নতির [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] আপনার আত্মার উন্নতি প্রার্থনা সঙ্গত ও ঈশ্বরের [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] নির্দ্দিষ্ট [illegible] [illegible] [illegible] [illegible] আমাদের [illegible] আমার উন্নতির [illegible] [illegible] নিকটে প্রার্থনা [illegible] [illegible] নাই, আমরা যদি [illegible] [illegible] [illegible] কার্য্য করি, প্রার্থনা [illegible] আপনা হইতেই আমার উন্নতি [illegible] উঠিবে। প্রার্থনা ঈশ্বরের পরিগৃহীত হয়, ইহা যুক্তিসঙ্গত নহে। তিনি [illegible] [illegible] [illegible] প্রার্থনা শ্রবণ করেন বোধ হয় [illegible] [illegible] মধ্যে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] হইল, [illegible]

প্রার্থনা করিল; আমরা তৎকালে ব্যা- ঘ্রের সম্মার্জন অথবা মুখে মারো- পণ করিয়া রক্ষার চেষ্টা না পাইয়া কেবল ঈশ্বরের নিকটে এই প্রার্থনা করি "হে করুণাময়! এই অশরণ প্রদেশে এই বিপদ কালে আমা- দিগকে রক্ষা কর" তিনি কি ব্যাধ অথবা রূপ ধারণ পূর্ব্বক তৎক্ষণাৎ তথায় উপস্থিত হইয়া ব্যাঘ্রের প্রাণ সংহার পূর্ব্ব- ক আমাদিগকে রক্ষা করিবেন? কখনই না। ফলতঃ কেবল ঈশ্বর ঈশ্বর করিলে আত্মার উন্নতি হয় না। আমাদিগের যদি ঈশ্বরে দৃঢ়তর বিশ্বাস ও অকৃত্রিম ভক্তি থাকে, এবং আমরা তদনুরূপ আচরণ করি, ... কর্ম্ম করিলে ... তাহার ফল ... করিতে হইবে, একপ দৃঢ়তর সংস্কা- র থাকে, এবং সেই সংস্কারানুসারে প্রা- ণান্তে ও পাপকার্য্যে প্রবৃত্ত না হই; জগ- তের হিত সাধন করিতে পারিলেই ঈশ্ব- রের কার্য্য সাধন করা হইল, একপ সংস্কার থাকে, এবং সেই সংস্কারের বশবর্ত্তী হইয়া যদি সাধ্যানুসারে সেই প্রিয় কার্য্য সাধনের চেষ্টা করি; দীনগণ দেখিলে দয়া, সুখী ব্যক্তিকে দেখিলে হর্ষ, ও সাধু ব্যক্তিকে দেখিলে মিত্রতা করিবার ই- চ্ছা, পাপি ব্যক্তিকে দেখিলে উপেক্ষা ও ... অসৎ স্বভাব দেখিলে শোক উপস্থিত হয়, এবং এই অদ্ভুত ... রচনা দর্শন ক- রিয়া জগদীশের অদ্ভুত কৌশল ও অদ্ভুত শক্তি প্রভৃতির বিষয় যদি অনুক্ষণ চিন্তা করা যায়, তাহা হইলেই ক্রমে আত্মার উন্ন- ত হইয়া উঠে। বোধ কর, এক ব্যক্তি নিয়- তর কুকর্ম্মের অনুষ্ঠান করে, সে যদি অহ- রহঃ ঈশ্বর আমার আত্মার উন্নতি সাধন কর এই কথা মুখে বলিতে থাকে, তাহার কি আত্মার উন্নতি হইবে? যে ব্যক্তি কু- কর্ম্ম করে, সে ত নাস্তিক, নাস্তিকের ঈশ্বর প্রসাদের সম্ভাবনা কি? যখন আত্মকৃত ... আপনার আত্মার উন্নতি লাভ সম্ভাবিত হইতেছে না, তখন পুত্র কৃত প্রার্থনা দ্বারা পিতার আত্মার উন্নতি লাভ সম্ভাবনা কি?

উপসংহার স্থলে আর দুটী বিষয়ের বিচার করা আবশ্যক হইতেছে। এক, শ্রাদ্ধ এই শব্দের বিচার। দ্বিতীয়, দেবে- ন্দ্রনাথ বাবু শ্রাদ্ধ কালে যে মন্ত্র পাঠ করিয়াছিলেন, তাহার বিচার। শ্রদ্ধা পূ- র্ব্বক পিতার তৃপ্ত্যর্থে যে কিছু দেওয়া যায়, তাহার নাম শ্রাদ্ধ। এশব্দটী পৌত্তলিকদি- গের রচিত। আমি অমুক দ্রব্য দান করি- লে পিতা তৃপ্ত হইবেন, এই মনে করিয়া কিছু না দিলে আর শ্রা... অপূর্ব হয় না। দেবেন্দ্র বাবু তাঁহার পিতার তৃপ্তি কামনা করিয়া কি কিছু দান করিয়াছিলে- ন? দেবেন্দ্র বাবু পিতার শ্রাদ্ধ করিলেন, একপ না বলিয়া পিতার নিকট কৃতজ্ঞতা প্রকাশার্থ সাম্বৎসরিক সভা করিলেন, এ- প্রকার বলিলে কি ভাল শুনাইত না? দ্বিতীয়, দেবেন্দ্র বাবু শ্রাদ্ধ কালে যে মন্ত্র পাঠ করিয়াছিলেন, আমরা তাহার ব্যাখ্যা করিয়া দিতেছি, পাঠকগণ দেখিলেই বু- ঝিতে পারিবেন, দেবেন্দ্র বাবু ব্রাহ্মসমা- জের আচার্য্য হইয়া অসঙ্গত মন্ত্র পাঠ ক- রিয়া কেমন অসঙ্গত কার্য্য করিয়াছেন।

ঋগ্বেদ সংহিতা।

মধুবাতা ঋতায়তে মধু ক্ষরন্তি সিন্ধবঃ।
মাধ্বীর্নঃ সন্ত্বোষধীঃ ॥ ৬ ॥

ঋতায়তে ... উদকমিচ্ছতে যজ- মানায় ... বাতাঃ ... মাধুর্য্যোপেতং কর্ম্ম- ফলং ক্ষরন্তি বর্ষন্তি। ... তথা সিন্ধবঃ স্যন্দনশীলা নদ্যঃ সমুদ্রা বা মধু মাধুর্য্যোপেতং স্বকীয়ং রসং ক্ষরন্তি। এবং নোঽস্মদর্থমোষধীঃ ফলপাকান্তা ওষধয় ... মাধ্বী মাধুর্য্যোপেতাঃ সন্তু; ভবন্তু।

বায়ু সকল যজমানের নিমিত্ত মাধুর্য্যোপেত কর্ম্মফল প্রদান করিতেছে, তথা নদী অথবা সমুদ্র স্বকীয় রস ক্ষরণ করিতেছে এবং ওষ- ধি সকল মাধুর্য্যোপেত হউক

মধু নক্তমুতোষসো মধুমৎ পার্থিবং রজঃ। মধু দ্যৌরস্তু নঃ পিতা ॥ ৭ ॥

নক্তং রাত্রিরপ্যস্মাকং মধু মধুমতী মাধুর্য্যো- পেতফলপ্রদা ভবতু। উত অপি উষসঃ ... কালোপলক্ষিতান্যহানি চ মধু মধুমন্তি ... পার্থিবং রজঃ পৃথিব্যাঃ সম্বন্ধী লোকো... অস্মাকং মধুমৎ মাধুর্য্যবিশিষ্টফলযুক্তো ভবতু। ... পিতা বৃষ্টি প্রদানেন সর্ব্বেষাং পালয়িতা ... দ্যৌর্দ্যুলোকোঽপি মধু মধুযুক্তো ভবতু।

রাত্রি আমাদিগের সম্বন্ধে মাধুর্য্যোপেত ফল প্রদা হউক, প্রাতঃকাল মধুবিশিষ্ট হউক, পৃথিবীর লোক আমাদিগের সম্বন্ধে মাধুর্য্য বিশিষ্ট ফল যুক্ত হউক, বৃষ্টি প্রদান দ্বারা সক- লের পিতা অর্থাৎ পালয়িতা স্বর্গলোক মধু যুক্ত হউক।

মধুমান্নো বনস্পতির্মধুমাঁ অস্তু সূর্য্যঃ।
মাধ্বীর্গাবো ভবন্তু নঃ ॥ ৮ ॥

নোঽস্মাকং বনস্পতির্বনানাং পালয়িতা ... সূর্য্যোঽপি মধুমান্ মাধুর্য্যোপেত ফলবানস্তু। ... গাবঃ ... মাধ্বীর্মাধুর্য্যোপেতেন পয়সা যুক্তা ভবন্তু ...

বনের পালয়িতা বৃক্ষ ... মাধু- র্য্যোপেত ফল বিশিষ্ট হউক, সূর্য্যলোক ... মধু বিশিষ্ট হউক, ... সাধন গাভী সকল মাধুর্য্যোপেত দুগ্ধ যুক্ত হউক।

এবম্বিধ প্রার্থনা যদি সফল হইবার সম্ভা- বনা থাকে, আয়ুর্বেদ, ধনুর্বেদ, ইত্যাদি ... সকল না হয় কেন? যাহা হউক, পরিশেষে বিনীত ভাবে আমাদিগের প্রার্থনা এই, আ- ... কারী তাঁহারা আত্মদোষ সংশোধন চেষ্টা করুন, বৃথা বিদ্যা পাণ্ডিত্য প্রকাশে প্রয়োজন নাই।

—•—

নূতন গ্রন্থ।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার ক- রিতেছি, নিম্ন লিখিত গ্রন্থ গুলি আমা- দিগের হস্তগত হইয়াছে।

১। শ্রীযুক্ত মথুরানাথ তর্করত্ন প্রণী- ত ধাতুপ্রদীপ। যে ধাতুর উত্তর যে প্রত্যয় ...

করিয়া যে পদ নিষ্পন্ন হয়, এতদ্দ্বারা তাহার অনেক জানা যাইতে পারিবে।

২। শ্রীযুক্ত রমানাথ ঘোষ প্রণীত এক খানি ক্ষুদ্র গ্রন্থ। ইহাতে [illegible]য়া যে সুতন্নবিধ শ্রাদ্ধ করিয়াছেন, তাহার সপ[illegible]কা করা হইয়াছে।

৩। হুতম পেঁচা। ইহাতে অ মাদিগের [illegible]ের বর্ত্তমান অবস্থা সবিস্তর বর্ণিত আছে।

[illegible] কলুটোলা ব্রাহ্ম সমাজের দ্বিতীয় [illegible]রিক সভার বক্তৃতা

[illegible] ব্রহ্মস্তোত্র। উপরি উক্ত সমাজ [illegible]ধিবী হইতে উদ্ধৃত করিয়া ইহা [illegible] করিয়াছেন।

বিবিধ সংবাদ।

২৫এ আশ্বিন বৃহস্পতি বার।

আটিয়ার পেপরের এক জন পত্র প্রেরক বলেন সম্প্রতি [illegible] নগরে গণ্ডগোল আসিয়াছিল। তাহারা [illegible] ব্যাপিয়া [illegible]। সেই সময়ে অতিশয় গ্রীষ্ম হইয়াছিল।

[illegible] ভারতবর্ষীয় রেইলওয়ে কো[illegible] [illegible] আনাপুর পর্য্যন্ত রেইলওয়ে খুলিবেন।

মিউনিসিপাল কমিশনরদিগের এত দিনের পর চৈতন্য হইয়াছে। কলিকাতাবাসীরা যাহাতে ভাল জলপান [illegible] উপায় উদ্ভাবন পূর্ব্বক গবর্ণমেণ্টের নিকটে রিপোর্ট করিয়াছেন।

বাঙ্গালের চোরেরা ক্রমশঃ অধিক সা[illegible] হইতেছে। কয়েক মাস পূর্ব্বে তাহারা [illegible] প্রধান বিচারপতি ও গবর্ণরের [illegible] সেক্রেটারির অর্থ অপহরণ করিয়াছিল। সম্প্রতি সর উইলিয়ম ডেনিসনের নিজের [illegible] টাকা [illegible] ও একটি বন্দুক চুরি গিয়াছে। [illegible]বোগের এই একটি উত্তম

[illegible] আশ্বিন শুক্রবার।

[illegible] হাকেডরের সম্বন্ধে [illegible] করিতেছেন।

[illegible]দিগের চরিত্র দর্শনে

কোন ব্যক্তি বলিবেন উঁহাদিগের মধ্যে অধিক সংখ্য ভদ্রলোক আছেন? কর্ণেল ব্রিটলি বলিয়াছেন কমিসরিএট কমিসন বসিবার সময়ে মেজর [illegible] প্রধান সেন পতির নিন্দা করিয়াছিলেন উক্ত কমিসনের অধ্যক্ষ বলেন সে কথা মিথ্যা।

কাপ্তেন আলিসের বিচার আরম্ভ হইয়াছে। তিনি ৬৮,০০০ টাকা তহরূপ করিয়াছেন বলিয়া তাঁহার অপবাদ দেওয়া হইয়াছে

সর বার্লে স [illegible] সেসিয়ন [illegible]কে এই আজ্ঞা করিয়াছেন তাঁহারা প্রধান [illegible] বিচারালয়ে রায়ের ইংরাজি ও বাঙ্গলা দুই প্রকার নকল পাঠাইয়াছেন। [illegible] ক্রমশঃ ইংরাজী ভাষা প্রচলিত করাই ইহার উদ্দেশ্য।

২৬এ আশ্বিন শনিবার।

মহীশূর রেকার্ডার বলেন সম্প্রতি [illegible] [illegible] কয়েক জন দস্যু উৎপাত করিয়াছিল কিন্তু পুলিসের হস্তে তাহার নিবারণ হইয়াছে গোদাবরীর বাঁধের কার্য্য নাগপুরের কমিসনরের হস্তে দেওয়া হইবে।

উক্ত পত্র আরও বলেন সর বার্টল [illegible] [illegible] ভ্রাতা [illegible] প্রধানতম বিচারালয়ের বিচার পতির পদ ত্যাগ করিলেন।

বোম্বাই গেজেট রিবিউ প্রবণ করিয়াছেন স্পেনের রাজ্ঞী মাডরিড নগরে শিল্পপ্রদর্শন করিবার জন্য এক কমিসন নিযুক্ত করিয়াছেন। স্পেন ক্রমশঃ পুনর্ব্বার সৌভাগ্যশালী হইতেছে।

২৮এ আশ্বিন সোমবার।

নীল গিরিটার বলেন লার্ড এলগিন শীঘ্র উত্তরাখণ্ডে যাইবেন। তথা হইতে তিনি সর উইলিয়ম ডেনিসনের সহিত জবলপুরে গমন করিবেন।

ওয়াকোপ সাহেব ১৮৬১।৬২ অব্দের পুলিস রিপোর্ট প্রকাশ করিয়াছেন। লেপ্টনাণ্ট গবর্ণর তাঁহার কার্য্য দক্ষতায় সন্তুষ্ট হইয়াছেন। বস্তুতঃ ওয়াকোপ সাহেব কমিসনর হওয়া অবধি কলিকাতার পুলিসের অনেক উন্নতি হইয়াছে।

আলাহাবাদ গেজেট বলেন কিছু দিন হইল এক জন মুসলমান এক জন ইউরোপীয় সৈনিক পুরুষের মুখে থুথু দিয়া অপরাধ করিয়াছিল তজ্জন্য তাহার এক বৎসর মেয়াদ হই[illegible] কিন্তু সাজিহান পুরের জজের নিকটে [illegible] করিয়া সে মুক্ত হয়। তন্নিমিত্ত প্রধান সেনাপতি জজের উপর বিরক্ত হইয়া লাট [illegible]কে তাহা জানাইয়াছেন। মুসলমান কোন গুরুতর দোষ করে নাই যে তাহার এক বৎসর মেয়াদ হইতে পারে।

বিবিজান নাম্নী এক বারাঙ্গনা পুলসন [illegible] এক জন [illegible]কে অতিশয় ভাল বা[illegible] পুলসন কিছুদিন তাহার প্রতি [illegible] সম্প্রতি সে বিবাহ করিবে শুনিয়া বিবিজান বিষ পান করে। বিষ পান করিয়া [illegible] [illegible] এবং এ বিষয় তাহাকে [illegible] [illegible] তদনুসারে তাহাকে চিকিৎসা[illegible] লইয়া যাওয়া হয় কিন্তু দুই ঘটিকার [illegible] তাহার মৃত্যু হইয়াছে।

ফিনিক্স শ্রবণ করিয়াছেন সুপ্রিম [illegible] [illegible] প্রধানতম বিচারালয় [illegible] একটি স্বতন্ত্র বাটী প্রস্তুত করা হই[illegible]

[illegible] বলেন লেপ্টনাণ্ট গবর্ণর [illegible] প্রভৃতি স্থানে ঔষধ ও চিকিৎসার [illegible] [illegible] দিয়াছেন এই, সকল [illegible] [illegible] হইয়াছে, তাহার [illegible] এক কমিসন বসিবে। [illegible]মেণ্টের আরও অনেক পূর্ব্বে এ বিষয়ে [illegible] করাই উচিত ছিল।

সম্প্রতি [illegible] [illegible] বাটী ও অনেক লোকের প্রাণ নষ্ট হইয়াছে একটি বালিকা এ সময় অন্যের প্রাণ রক্ষা [illegible]রিতে গিয়া প্রাণত্যাগ করিয়াছে।

২৯ আশ্বিন মঙ্গল বার।

ফিনিক্স বলেন [illegible] সেখ সাহেব [illegible] [illegible] ইংলণ্ড হইতে যাত্রা [illegible] ইনি মৃত রিচি সাহেবের স্থানে [illegible] [illegible]য়াছেন।

উক্ত পত্র বলেন চন্দন নগরের [illegible] এক স্ত্রীলোকের প্রাণ নাশ করিয়া [illegible] করিয়াছিল। ফরাসি কর্ম্মচারিরা [illegible] ধৃত করিবার নিমিত্ত কলিকাতা পুলিসে [illegible] চারিদিকে লিখিয়াছিলেন, ওয়াকোপ সা[illegible] তাহাদিগকে ধৃত করিয়া প্রেরণ করিয়াছে[illegible]

[illegible] বলেন [illegible] দ্বিতীয় [illegible] মৃত্যু হইয়াছে। [illegible]

...ক্রম ৯০ বৎসর হইয়াছিল। বাদশাহকে দেশ হইতে বহিষ্কৃত করাতে মনোদুঃখেই প্রাণত্যাগ করিয়াছেন।

মান্দ্রাজ টাইম স কহেন লাঙ্কেসায়ারের মজুরদিগের সাহায্যার্থ বোম্বাইয়ে ২ লক্ষ টাকা আদায় হইয়াছে।

উক্ত পত্র আরো কহেন কারাগার সার্জন ডুইল সাহেবের প্রস্তাবে তথায় ১৪ টি স্ত্রীলোক প্রসব করাইবার বিদ্যায় শিক্ষিত হইয়া পরীক্ষা দিয়াছে। ইহারা খৃষ্টধর্ম্মাবলম্বী, ... ডাক্তারের অনুরোধে যত দিন উঁহাদের সমাপ্ত না হয় গবর্ণমেন্ট ইহাদিগের মধ্যে ৩ জনকে মধ্যে মধ্যে ... টাকা করিয়া দিবেন আজ্ঞা করিয়াছেন। এখানেও ... দাইদিগকে শিক্ষা দেওয়া কর্ত্তব্য। ইহাদের মূর্খতা নিবন্ধন অনেকের প্রাণ নাশ হইয়া থাকে।

সিটন নামে এক খানি জাহাজের ... কাটিয়া এমকার আলি নামে এক ব্যক্তির প্রাণ বিয়োগ হইয়াছে আর ৩ জন এখন চিকিৎসালয়ে অবস্থিতি করিতেছে।

৩০এ আশ্বিন বুধবার।

মান্দ্রাজ টাইম স রেঙ্গুনের সংবাদদাতার নিকট শ্রবণ করিয়াছেন পেগু পুলিসের অধ্যক্ষ কেপ্টেন ... মেকেঞ্জি সাহেবের ... যে পুলিস সেনারা এই বলিয়া অভিযোগ করিয়াছে যে তাহারা ছয় মাসের বেতন প্রাপ্ত হয় নাই। তদ্ভিন্ন অন্য ... টাকারও হিসাব পাওয়া যায় নাই। তিনি ধৃত হইয়াছেন ... শীঘ্রই বিচার হইবে।

... এখনও ক্ষান্ত হয় নাই, পুনরায় উৎপাত করিবে এরূপ সম্ভাবনা আছে। তাহারা কহে তাহাদের রাজ্য ছাড়িয়া না দিলে তাহারা ক্ষান্ত হইবে না। রাজ্য একবার লইলে কি আর দেওয়া যায়।

ফিনিক্সের একজন সংবাদ দাতা কহেন ... ভারত বর্ষের অধিবাসী টেম্পল সাহেবের যত্নে তথাকার বিশেষ উন্নতি হইতেছে। তিনি রাজ্য ... উৎকর্ষ সাধনে বিশেষ মনোযোগী হইয়াছেন। সৎ লোকের এ ... [illegible]

[illegible] সংবাদ দাতা কহেন [illegible]

মাজুরায় এক ভয়ানক ঝড় হইয়া গিয়াছে প্রথমত কয়েক দিন ক্রমাগত বৃষ্টি হইয়া ছিল, পরে প্রচণ্ড ঝটিকা হইয়া বৃক্ষ ও গৃহাদি ভগ্ন হইয়াছে এবং অনেক মনুষ্য ও পশু হত্যা হইয়া গিয়াছে।

উক্ত পত্র আরো কহেন প্রধানতম বিচারালয়ে আর দুই জন জজকে কিছু দিনের জন্য নিযুক্ত করিবার অনুরোধ করিয়া প্রধান বিচার পতি গবর্ণমেন্টে লিখিয়াছেন।

টাইমস অব ইণ্ডিয়া কহেন জহরল হোসেন নামে এক ব্যক্তি বিদ্রোহ কালে ৯ জন ইউরোপীয়কে ধৃত করিয়া লখনৌয়ের বেগমের হস্তে সমর্পণ করিয়াছিল, বেগম তাহাদের জীবন নাশ করেন, জহরল হোসেন আপন নাম পরিবর্ত্তন করিয়া নিধুক হোসেন নাম গ্রহণ করিয়া নিজামের অধীনে এক তালুক দারের নিকট কর্ম্ম প্রাপ্ত হইয়া অবস্থিতি করিতে... নিজামের অনুমতি লইয়া কাপ্তেন ... এ বিষয় অনুসন্ধান করিতে গিয়াছিলেন কিন্তু সে ব্যক্তি এই সমাচার পাইয়া প্রস্থান করে তাহার ভৃত্য ও স্ত্রী ধৃত হয়, পশ্চাৎ অনেক অনুসন্ধানের পর সে ব্যক্তিও ধৃত হইয়াছে অতি শীঘ্র বিচার হইবে।

ওবারল্যাণ্ড মিউস পত্রে দৃষ্ট হইল ইংলণ্ডে এক কাগজের কারখানায় আগুন লাগিয়া অনেক ক্ষতি হইয়াছে। প্রায় ১০০০০ টাকার সামগ্রী অগ্নিসাৎ হইয়া গিয়াছে।

অপর এক জন স্ত্রীলোক আপনার ২ টি শিশু সন্তান লইয়া আপন ইচ্ছায় জলমগ্ন হইয়া প্রাণত্যাগ করিয়াছে। প্রথমতঃ সন্তান দুটিকে জলে নিক্ষেপ করে পরে আপনি গিয়া পড়ে; সকলেরই মৃত্যু হইয়াছে। কারণ অনুসন্ধান করিয়া স্থির হইয়াছে যে ঐ স্ত্রীলোকের স্বামী তাহাকে অতিশয় কষ্ট দিত সেই দুঃখে সে প্রাণত্যাগ করিয়াছে। এইরূপ দুর্ঘটনা অনেক আছে।

আর একটি স্ত্রীলোক অনাহারে প্রাণত্যাগ করিয়াছে। তাহার স্বামী তাহাকে কয়েক দিন আহার দেয় নাই। সে ক্রমে মৃতপ্রায় হইয়া এক ব্যক্তি তাহাকে আপন বাটীতে লইয়া যায় কিন্তু তাহার প্রাণ রক্ষা করিতে সমর্থ হয় নাই।

৩১এ আশ্বিন বৃহস্পতিবার।

হরকরা কহেন যে সর ... আউট্রাম অত্যন্ত পীড়িত হইয়া ... অবস্থিতি করিতেছেন।

আলাহাবাদ গেজেট কহেন ... আলিগড় হইতে হাত্রাস পর্য্যন্ত এক শাখা রেইলওয়ে খুলিবে।

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া কহেন ... সাহায্যার্থ মৌলমিনে ৩১৪৫০ এবং ... ৩১৫০ টাকা সংগৃহীত হইয়াছে।

হরকরা কহেন বোম্বাইয়ের ... সর বর্ট ফ্রার্ক ... অবস্থিতি ... নেক সুস্থ হইয়াছেন।

ফ্রেণ্ড কহেন কোচিনে বসন্ত রোগ ... দ্বিগুণ বৃদ্ধি হইয়াছে।

আলাহাবাদ গেজেট কহেন লাহোরে এক জন মুসলমান এক ইউরোপীয় সেনার মুখে ... দিয়াছিল বলিয়া সৈনিক মাজিষ্ট্রেট তাহাকে ১ বৎসরের নিমিত্ত কারাবাসের আজ্ঞা দিয়াছিলেন ... কার জজ সাহেব সে আজ্ঞা রহিত করিয়াছেন। প্রধান সেনাপতি ইহা শুনিয়া ... গবর্ণর সাহেবকে লিখিয়াছেন ... এতাদৃশ ... উপর দৃষ্টি ... রেন। সৈনিকদিগের ... দণ্ডাজ্ঞা আবশ্যক ... হইতে পারে না।

১লা কার্ত্তিক [illegible]

ফিনিক্স কহেন, [illegible] গবর্ণমেন্টের নিকট এই বলিয়া আবেদন করিয়াছেন যে গত ... খাসিয়া ... এক বার গোলযোগ করিয়াছিল, পুনরায় সেরূপ করিতে না পারে এমত একটা উপায় করা কর্ত্তব্য। আমাদিগের সাংসারিক ব্যাপারে কি অসুবিধা আছে, গবর্ণমেন্ট তাহাও ... অবধারিয়া দিবেন? এক খানি কোম্ ... সেই ... গাঁড়োয়ারের গর্ভ চূর্ণ হয়

আইন্‌বার পেপার কহেন দুই বৎসর বয়স্ক একটি বালক ক্যাচিতে জলমগ্ন হইয়াছিল তাহার মাতা তাহাকে রক্ষা করিবার ... আপনি জলে ঝম্প দিয়া পতিত হইল, ... প্রাণ নাশ হইয়াছে।

[illegible] জাহাজ ... একেবারে [illegible]

[illegible] শোক [illegible] হইয়াছে। [illegible] ভাবিয়াছিলেন [illegible]

[illegible]

[illegible] হইয়াছে।

[illegible]

[illegible] করিলেন।

[illegible]

[illegible] প্রকাশ করিবেন।

১৯শে সেপ্টেম্বর — [illegible]

[illegible]

[illegible] করিবেন।

[illegible]

[illegible]

[illegible] সভা হইবে। [illegible] উপনীত হইয়াছেন। [illegible]

[illegible] করিয়াছেন।

[illegible] করেন।

এম, ডবলিউ, [illegible] সাহেবের প্রতিনিধি [illegible]

[illegible]

...ীপ অশৌচ...বহ, বিধান-...কষ্টী বচন অবলম্বন করিয়া ...র পরিমাত বৎসর পর্য্যন্ত ...দান কাল এই সিদ্ধান্ত করি-...ন্ত ঐ সকল বচনের অর্থ ও ...থ অনুসন্ধান করিয়া দেখিয়া ...পই একপ বোধ হইতেছে না। যে ...দানের অব্যবহিত পরেই বাগ্দা...ন আরম্ভ হইয়া সাত বৎসরে ...বে। বচনে কহিতেছে, অদত্তানি...য় কন। মরণে সদ্যঃ শৌচ, চু...ত দিন বাগ্দান না হয়, তাহা ...কাহ অশৌচ, বাগ্দানের পর বি...প্ত পিতৃকুল ও শ্বশুর কুল উভয় ...ত্রিরাত্র অশৌচ। ঐ বচনগুলি ...দানের আরম্ভ ও অবসান এ উ-...কোন কালেরই নিয়ম হইতেছে না, ...বচনে তাহার স্পষ্ট বুঝা যাইতেছে, ...এই রীতি ছিল, চূড়ার অনেক পরে ...হইত, বোধ হয় সকলেই যদি ...চুড়ার পরেই বাগ্দান করে, এ ...র বিধান বিফল হইয়া যায়।

...

অবলম্বন করিয়া ...বয়কে যে কন্যার ...সীমা ...ছেন, ...তেছে না। ...ছিল ...কন্যাদানের ...

বর্ষ বাগ্দানের সীমা হইল না। যদি কেহ ... বর্ষ অতিক্রম করিয়া ... ও অব-...যে পাওয়া যাইতে পারে না, ... যদি একপ নিষেধক বচন ... হইতে পারে-...ন, এখনি বিবাদের ... হইয়া যাইবে, তাঁহার কৃত সিদ্ধান্তকে ... অবশ্যই শিরোধার্য্য করিয়া লইব। ... না করিয়া শুদ্ধ গালি দিয়া তাঁহার ... দেখিলে ... কেবল শাপ ও গালি দিয়া ... হইবার চেষ্টা পাইতেন।

দ্বিতীয়, বেদান্তবাগীশ লিখিয়াছেন দ্বিতীয় পাত্রে কন্যার ... করা শ...স্ত্র নিষেধ ... কেবল কুভদারে নিষেধ আছে। ... বেদান্তবাগীশের নিকটে ... প্রশ্ন করিয়াছিলাম ... অন্য অন্য শ্রেণীর লোকেরা কুভদার পাত্রে যে কন্যাদান করিতেছেন তাহা কি অসিদ্ধ ও অধর্ম্ম হইতেছে? ... বৈদিক শ্রেণীর মধ্যেই কি কুভদারপাত্রে কন্যাদান প্রথা নাই? ... কুভদার পাত্রে কন্যাদান নিষেধক বচন উদ্ধৃত করিয়া আমাদিগের ... উত্তর করাই বেদান্তবাগীশের উচিত ছিল। তিনি ... করিয়া কেবল বাক্যের ... লইয়া ... করিতেছেন।

পাঠকগণ আপনারা বিবেচনা করিয়া দেখুন, কুভদার পাত্রে কন্যাদান যদি ... হয়, তাহা হইলে ... লোক ... বিবাহ করিয়াছে, তাহা অ-...শাস্ত্রীয় হইয়াছে। অশাস্ত্রীয় বিবাহ সিদ্ধ নয়। অসিদ্ধ বিবাহজাতসন্তানে ধনাধিকারী হয় না; সেই সেই বিবাহোৎপন্ন সন্তানদিগের ... উত্তরাধিকারক্রমপ্রাপ্ত ধন যে সে ... লইতে পারে। ব্রাহ্মণ যদি শূদ্র কন্যার অথবা শূদ্র ব্রাহ্মণ কন্যার পাণি গ্রহণ করে, কিম্বা কেহ সগোত্রে বিবাহ করে, সেই সেই বিবাহোৎপন্ন সন্তানে কি পৈতৃক ধনের অধিকারী হই-বে? ফলতঃ এ বিষয়ে বেদান্তবাগীশের ...

...ভাবিয়াছে, কুভদার পাত্রে কন্যাদান ...বোধ হয় শাস্ত্রকারদিগের অভিপ্রেত ...তাদৃশ পাত্রে কন্যাদান অপ্রশস্ত হইবে এই মাত্র।

বেদান্তবাগীশ ও ... যে প্রে-...রিত পত্র আমাদিগের নিকটে পাঠাইয়া দেন, তাহাতে ঐ দুই বিষয়ের উত্তর যে ওয়া হইয়াছে কি না ... উহা ...

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

শ্রীযুক্ত তারকানাথ বিদ্যাভূষণ যে দাক্ষিণাত্য কুলীন বৈদিক ইত্যাদি স্বীকার করাতে একপ্রকার আ-...মার প্রস্তাবিত বিষয় সাধনের অনেক সুবিধা ...ইল। একণে জিজ্ঞাসা করি, আমি যে দা-...ক্ষিণাত্য কুলীন বৈদিক শ্রেণীর প্রচলিত কুল ...ঙ্গ প্রথা পরিবর্ত্ত করা উচিত কি না ...ত-...বিষয়ক প্রস্তাব পুস্তকাকারে প্রচার করিয়াছি, তাহাতে তাহা কেবল কুলীন বৈদিক...উপরে খাটে, কি কুলীন মৌলিক ...সাধারণ বৈদিক শ্রেণী মাত্রের উপরে ...ইহাতে প্রথমেই কুলীন শব্দ বিশেষণ, ...মধ্যে কুলীন শব্দ বিশেষণ, এবং শেষেও ...শব্দ বিশেষণ থাকাতে উপক্রম, উপসংহার ...অভ্যাস আলোচনা করিয়া অতি নির্ব্বো...কিও বুঝিতে পারে যে উহা কেবল কুলীন ...কর্থাৎ যাহাদিগের কুল সম্বন্ধ প্রথা ...আছে, তাহাদিগেরই উপরে খাটে; ...মৌলিক কি বংশজ যাহাদিগের উক্ত প্রথা ...চলিত নাই, তাহাদিগের উপরে খাটে না। অতএব কুলীন বৈদিক শ্রেণীর (১) কুভদার পাত্রে বাগ্দান নিষেধ প্রতিপাদন দেখিয়াও ২৪ তারিখের সোমপ্রকাশের ৫১৮ পত্রের দ্বিতীয় স্তম্ভে যে বিদ্যাভূষণের তাহাতে আপত্তি করায় ও ... বৈদিক শ্রেণীর (২) মধ্যেও কি কুভদার পাত্রে

(১) কোন্ বচনে ... কোন্ চূর্ণিকে এইরূপ ধরিয়া লিখি ... যে দাক্ষিণাত্য কুলীন বৈদিক শ্রেণী কুভদার পাত্রে কন্যার বাগ্দান করিতে পারিবেন না? বেদান্তবাগীশ, যদি সেই বচনটী উদ্ধৃত করিয়া দেন, আমরা পরমোপকৃত হইব।

(২) বংশজ ও মৌলিকেরা কি বৈদিক শ্রেণী...? আমাদিগের লেখায় কি কুলীন এই শব্দ বৈদিক শ্রেণী শব্দের বিশেষণ ছিল? ... আমাদিগের লেখা কিরূপে ... হইল?

হইল না, কেবল তাঁহার সম্মাননার্থ কেবল এ প্রচার করা হইল।

সকলে মনের ভাব দীর্ঘকাল গোপন করিয়া রাখিতে পারেন না। তাহার পর তিনি এক প্রেরিত পাঠাইলেন, তাহাতে তাঁহার মনের সমুদায় দ্বার উদ্ঘাটিত দৃষ্ট হইল। উহার তুল্য জঘন্য প্রেরিত পত্র সোমপ্রকাশে কখন প্রকাশ হয় নাই। ঐ খানি পাইয়া আমরা ভাবিলাম, বেদান্তবাগীশ ক্রুদ্ধ হইয়াছেন, তিনি ক্রোধবশতঃ নিজ পত্রের গুণদোষ বুঝিতে পারেন নাই, কিন্তু আমরা যদি তাহা প্রকাশ করি, তাঁহাকে সকলে অবজ্ঞা করিবেন। তিনি যেরূপ পণ্ডিত, তাঁহাকে লোকের নিকটে অপ্রতিভ করা আমাদিগের কর্ত্তব্য নয়। এই ভাবিয়া আমরা সেই প্রেরিত পত্র প্রকাশ করিলাম না। কিন্তু বৈরনির্যাতন প্রবৃত্তি বেদান্তবাগীশের হৃদয়কে একান্ত কলুষিত ও হিতাহিত বোধ শূন্য করিয়া তুলিয়াছে, সুতরাং তিনি আমাদিগের অন্তঃকরণের ভাব বুঝিতে না পারিয়া সর্ব্বত্র বলিয়া বেড়াইতে লাগিলেন, তিনি ৪ঠা আশ্বিনের প্রেরিত পত্রে মূল বিষয়ের উত্তর দান করিয়াছেন, আমরা তাহা প্রকাশ না করিয়া অন্যায় কর্ম করিয়াছি। ঐ সম্বাদটী আমাদিগের শ্রুতিপথ প্রাপ্ত হইলে প্রথমে এই ভাবিয়া আমরা উপেক্ষা করিয়াছিলাম, বেদান্তবাগীশ [illegible]মনের উপাচার্য্য হইয়া আপনার প্রেরিত পত্রে যে কথা লিখেন নাই, তাহা [illegible] রাছেন বলিয়া সর্ব্বত্র বলিয়া বেড়াইতেছেন, ইহা কোন ক্রমেই সম্ভাবিত নহে, [illegible] বাহারা আমাদিগকে সম্ভব [illegible] তেছে, তাহারা এরূপ প্রচার করিতেছে। [illegible] কলুটোলা ব্রাহ্মস- [illegible] শ্রীযুক্ত বাবু ঠাকুরদাস [illegible] নিকটে উল্লিখিত বিষয় [illegible] পত্র পাঠাইয়া দেন, তাহা [illegible] বিজ্ঞাপন ও তৎপ- রোনাস্তি তুষ্ট হইয়াছি। বেদান্তবাগীশ সভা সভাই আমাদিগের অকারণ নিন্দা করিয়া বেড়াইতেছেন। সে [illegible] খানি নিম্নে প্রকটিত হইল।

নমস্কার পূর্ব্বক নিবেদন।

গত ২৮ আশ্বিনের সোমপ্রকাশে লিখিত হইয়াছে যে আপনি শ্রীযুক্ত আনন্দচন্দ্র বেদান্তবাগীশ মহাশয় যে প্রেরিত পত্র পাঠাইয়াছেন তাঁহার সহিত আপনার যে বিষয়ে মতভেদ আছে, তাহাতে তাহার কোন উত্তর না থাকাতে আপনি তাহা সোমপ্রকাশে মুদ্রিত করিলেন না। কিন্তু বেদান্তবাগীশ মহাশয় মুক্ত কণ্ঠে সর্ব্বত্র বলিতেছেন যে বিদ্যাভূষণের সহিত আমার যে দুইটী বিষয়ে মতভেদ হইতেছে তাহা আমার প্রেরিত পত্রে উল্লিখিত আছে। এরূপ স্থলে আমরা কাহার কথায় বিশ্বাস করিব। প্রত্যক্ষ বিষয় সত্ত্বে অনুমানেরই বা প্রয়োজন কি। যদি উহা মুদ্রিত করা আপনার অনভিপ্রেত হয়, তথাপি সোমপ্রকাশে প্রকাশ করিয়া আমাদিগের সন্দেহ দূর করা আপনার অবশ্য কর্ত্তব্য। বেদান্তবাগীশ মহাশয় বলেন, আমাদিগের দুইটী মাত্র বিষয়ে মতভেদ, প্রথম, বাগ্দানের কাল বিষয়ে, দ্বিতীয় কন্যার পাত্রে বাগ্দান নিষেধ বিষয়ে তৎপত্রে এ দুইটী বিষয়েরই বিশিষ্টরূপ উল্লেখ আছে।

তাং ১ কার্ত্তিক ১৭৮৩ শক। কলুটোলা।

শ্রীঠাকুরদাস সেন

আপনার নিকট কলুটোলা ব্রাহ্ম সমাজের দ্বিতীয় সাম্বৎসরিক বক্তৃতা এবং দুই খানি পাঠাইতেছি অনুগ্রহ পূর্ব্বক গ্রহণ করিবেন

শ্রীঠাকুরদাস সেন

কলুটোলার ব্রাহ্ম সমাজের সম্পাদক

যে দুই বিষয়ে বেদান্তবাগীশের সহিত আমাদিগের মত ভেদ হইয়াছে, ঠাকুরদাস বাবুর পত্রেই তাহা কহিয়া দিতেছে। "প্রথম, বাগ্দানের কাল বিষয়, দ্বিতীয়, কুলজার পাত্রে বাগ্দান নিষেধ বিষয়" এই দুই বিষয়ে আমাদিগের পরস্পর যে মতভেদ হয়, পাঠকগণের স্মরণার্থ তাহা পুনরুল্লিখিত হইতেছে। বেদান্তবাগীশ নিজ পুস্তকে এই সিদ্ধান্ত করিয়াছিলেন [illegible] তিন বৎসর [illegible] ও আটবৎসর [illegible] বিবাহ কাল শাস্ত্রে নির্দ্দিষ্ট তিন বৎসরের পর সাত বৎসর কন্যার বাগ্দানকাল শাস্ত্রে বিহিত আর কোন সন্দেহ রহিল [illegible] মরা এই সিদ্ধান্তে অনুমোদন [illegible] ২৪এ ভাদ্রের সোমপ্রকাশে লিখি "বেদান্তবাগীশ আজন্মস্থ চূড়া কন্যা বিপদ্যতে, ইত্যাদি শাস্ত্র করিয়া তিন বৎসরের পর সাত পর্য্যন্ত বাগ্দানের কাল নির্ণয় চেষ্টা পাইয়াছেন, কিন্তু অনুধাবন দেখিলে এ চেষ্টা সুসঙ্গত হইতেছে চূড়ার পরই বাগ্দান করিতে হইবে শাস্ত্রে এরূপ কহিতেছে না। [illegible] অনিষ্টের নিবারণ চেষ্টা হই [illegible] ইচ্ছা করিয়া সে অনিষ্টে পড়া। বিবাহের দুই এক মাস পূর্ব্বে ব[illegible]নের নিয়ম করিলে শাস্ত্র ও যুক্তি উ[illegible] অব্যাহত থাকে, অথচ একটী বিষম [illegible] শাস্ত্র, লোক, ও যুক্তিবি[illegible] হইতে মুক্তি লাভ হয়।"

বেদান্তবাগীশের উচিত [illegible] তিনি আমাদিগের এই সিদ্ধান্তকে বচন ও সৎ যুক্তি দ্বারা অপসিদ্ধান্ত প্রতিপন্ন করিয়া দেন, নতুবা এই সিদ্ধ [illegible] স্বীকার করিয়া [illegible] দ্বিতীয় পুস্তক [illegible] রিণী চেষ্টা আরম্ভ [illegible] যয় এই, তিনি এক্ষণে না, কেবল [illegible] চেষ্টায় প্রবৃত্ত [illegible] ঠকগণ মধ্যস্থ হইয়া [illegible] কার সিদ্ধান্ত সং[illegible] [illegible]

সোমপ্রকাশ

" [illegible] প্রজালিখিলাম [illegible] [illegible] [illegible] ন [illegible]

৪ ভাগ। ৪৮ সংখ্যা

সন ১২৬৭ । ১১ কার্ত্তিক । ইং ১৮৬০ । ২৭ অক্টোবর

বার্ষিক মূল্য ১ টাকা
বার্ষিক অগ্রিম ১০ টাকা

সোমপ্রকাশ ।

১১ ই কার্ত্তিক সোমবার ।

ব্যবস্থাপক সভা ।

ব্যবস্থাপক সভার কার্য্য আরম্ভ হইবার আর বড় বিলম্ব নাই । এই সভার ও বাঙ্গালা [illegible] [illegible] [illegible] [illegible] উদ্ঘাটিত হইবে [illegible] [illegible] সভার কার্য্যারম্ভের দিন [illegible] [illegible] দিনের অধিকাংশ [illegible] [illegible] উভয় ব্যবস্থাপক সভার সহিতই আমাদিগের অনেক দিন সাক্ষাৎ হয় নাই । অনেক দিন হউক, আমরা কোন বিষয়ের প্রার্থনা দ্বারা তাঁহাদিগকে বিরক্ত করি নাই । অনেক দিন বঞ্চিত করিয়া তাঁহাদিগের চিত্ত [illegible] প্রশমিত হইয়াছে । এখন যদি আমরা কোন বিষয়ে প্রার্থনা জানাই, তাঁহারা অবিকৃতচিত্তে আমাদিগের ধৃষ্টতা সহ্য করিবেন সন্দেহ নাই । অতএব আমরা বিনীতভাবে নিম্ন লিখিত কয়েকটী বিষয় তাঁহাদিগের গোচর করিতেছি । তাঁহারা শ্রবণ বিষয়ে ঔদাসীন্য অবলম্বন না করেন ।

প্রথম, প্রধানতম আদালতের সদর বোর্ডের শিকদ প্রভৃতি বিচার পতিগণ হিল সাহেবের খাজনা বৃদ্ধির মকদ্দমায় যে মীমাংসা করিয়াছেন, তাহা নীল প্রধান প্রদেশের বিবাদানল নির্ব্বাণের কারণ না হইয়া আরো তাহা প্রজ্বালিত করিয়া তুলিবে । তাহার শান্তির উপায় কি ? ব্যবস্থাপক সভা ব্যতিরেকে সে উপায় করিবার অন্যের ক্ষমতা নাই । পূর্ব্ব ব্যবস্থাপক সভা ১০ আইন রূপ একটী বিকলাঙ্গ সন্তান প্রসব করিয়া গিয়াছেন । সেই দোষে অনেক অনর্থ ঘটিতেছে । এ ব্যবস্থাপক সভা না করিলে সে সন্তানের দোষ আর কে সংশোধন করিবে ? ঐ আইনের এক ধারায় আছে, যাহারা দীর্ঘকাল [illegible] [illegible] ভূমির স্বামিত্ব লাভ করিয়াছেন, তাহাদিগের ভূমির ক[illegible] খাজনা বৃদ্ধি করিয়া দ্বিগুণ করা তার, যে [illegible] [illegible] গুণ করিবেন । তাহাই তাঁহার [illegible] [illegible] যুক্তির অনুসারী । এইরূপে [illegible] [illegible] বৃদ্ধি, তদনুসারে যদি বিশুদ্ধ যুক্তি [illegible] হয়, তাহা হইলে ও প্রজারা [illegible] [illegible] ব্য পক সভায় একটী সীমা নির্দ্দিষ্ট [illegible] দেওয়া উচিত । আমাদিগের [illegible] মূল, বৃত্যাধিকগণ যে কয়েকটী [illegible] আছে, তাহা রহিত করাই কর্ত্তব্য [illegible] ও এ দেশের লোকে খাজনা [illegible] বিধ কর সম্বন্ধে কিঞ্চিৎ অধিক [illegible] [illegible] সে যার পর নাই কাতর হন, [illegible] আবার যে সকল ব্যক্তির [illegible] [illegible] ভূমিতে স্বামিত্বাধিকার জন্মিয়াছে, [illegible] দের নিকট হইতে অধিক [illegible] [illegible] তাহারা অধিকতর কাতর [illegible] [illegible] বলা বাহুল্য । তাহারা তাহাদের কর [illegible] অত্যাচার জ্ঞান করিবে সন্দেহ নাই । ১০ আইনের ঐ ধারাটির যদি [illegible] [illegible] [illegible] হয়, প্রজারা কায়ক্লেশে [illegible] [illegible] [illegible] দিগের যে ক্ষতি ও অপমান হইয়াছে, তাহারা তাহা পূরণ ও বিস্মৃত হইয়া সাবধান করিয়া [illegible] ।

দ্বিতীয়, বিদেশে মজুর প্রেরণ । দেশান্তর হইতে মজুর আহরণ করিয়া আবার অথবা উপনিবেশাদি করিবা । স্বার্থসাধন যেরূপ উদ্দেশ্য, দেশের লোকের [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] দারিদ্র্য [illegible] [illegible] নহে । মজুর [illegible] [illegible] দিগের প্রতি [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] হইয়া থাকে । [illegible] [illegible] ... [illegible] আগে [illegible] [illegible] বাঙ্গালা [illegible] দেখাইয়া লইয়া যাওয়া হয় । পরস্পরা [illegible] শুনিতে পাওয়া যায় কোন কোন ব্যক্তির [illegible] বল পূর্ব্বক লইয়া

[illegible] থাকে । পাত্রমধ্যে এক এক [illegible] জড় পদার্থের ন্যায় বহু [illegible] একত্র করিয়া লইয়া থাকয়া [illegible] তাহাদিগের স্বাস্থ্য অথবা সুখ [illegible] প্রতি দৃষ্টিপাত করা হয় না । [illegible] নীত হইতে তাহারা [illegible] পরিত্রাণ পায় না । [illegible] কিছুমাত্র স্বাধীনতা থাকে না । [illegible] ন্যায় খাটিতে না পারিলে [illegible] নিস্তার থাকে না । [illegible] যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া [illegible] । [illegible] দিনের শ্রম ও [illegible] পুরস্কার লাভও হয় না । এই সকল [illegible] নিবারণার্থ একটী নিয়ম [illegible]

[illegible] যুবকদিগের বেতন বৃদ্ধি [illegible] কয়েকটী প্রার্থনা [illegible] এবারে [illegible] স্থানান্তরে ব্যবস্থাপক সভার [illegible] করিব না ।

[illegible] সম্পাদকের দুর্ব্বিনয় ।

[illegible] ক্ষোভের বিষয় ! [illegible] সকলই [illegible] কর্ত্তব্য [illegible] । ইহারা ঈর্ষাপরবশ [illegible] [illegible]

তাঁহাদিগের কথা কহিতেছি না ; যে সমস্ত নীচাশয় সম্পাদক অকারণ অপরের মান সম্ভ্রম হানি করিয়া স্বীয় পত্রের শ্রীবৃদ্ধি সম্পাদন বাসনা করেন, অদ্য সেই কদর্য্য ব্যক্তিদিগের কথারই প্রসঙ্গ হইতেছে ।

পরিদর্শক সম্পাদককে উল্লিখিত জঘন্য সম্পাদক দল প্রবিষ্ট দেখিয়া আমাদিগের আন্তরিক ক্ষোভ জন্মিয়াছে । আমরা কখন তাঁহার অনিষ্ট করি নাই, বরং ইষ্ট সাধন চেষ্টা করিয়াছি, সে কথা তিনি স্বমুখেই স্বীকার করিয়াছেন । কিন্তু তিনি যে কেন আমাদিগের অনিষ্ট চেষ্টা পাইতেছেন, আমরা বুঝিতে পারিতেছি না । তাঁহার সহিত আমাদিগের প্রতিযোগিতা নাই, তাঁহাকে আমরা প্রতিযোগী জ্ঞানও করি না । কিন্তু ৮ই কার্ত্তিকের পরিদর্শকে এই ভাবে লিখিত হইয়াছে যে আমরা শ্রীযুক্ত বাবু কালীপ্রসন্ন সিংহের নিকটে গিয়া এই অনুরোধ করিয়া আসিয়াছি যে বেদান্তবাগীশের প্রেরিত পত্র পরিদর্শকে প্রচারিত না হয় । আমরা এত মূর্খ ও নীচ নহি যে কাহাকে এবম্বিধ অসঙ্গত অনুরোধ করিব । এ কথা আমরা গত বারের সোমপ্রকাশের প্রেরিত স্থলে লিখিয়া দিয়াছি । কিন্তু পরিদর্শক সম্পাদক কি প্রমাণে ও কি কারণে যে উল্লিখিত কথা লিখিয়াছেন, অবিলম্বে তাহা আমাদিগকে জানাইবেন, অন্যথা হাইকোর্টে তাঁহার সহিত আমাদিগের সাক্ষাৎ হইবে । আমরা ধন ও প্রাণ অপেক্ষাও চরিত্রকে অধিক মূল্য জ্ঞান করি । পরিদর্শক সম্পাদক আমাদিগের সেই নির্ম্মল চরিত্রকে কলঙ্কিত করিতে উদ্যত হইয়াছেন । এ চেষ্টাটি তাঁহার অবিমৃষ্যকারিতাকৃত নয়, তিনি বুদ্ধি পূর্ব্বক আমাদিগের অনিষ্ট সাধনের অভিপ্রায়েই [illegible] করিয়া উল্লিখিত প্রকার লিখিয়াছেন । অতএব তাঁহার এ অপরাধ কোন [illegible] মার্জ্জনীয় নহে ।

শ্রীযুক্ত আনন্দচন্দ্র বেদান্তবাগীশের প্রেরিত পত্র প্রকাশ করা হয় নাই কেন ?

পাঠকগণ ! আজি আমরা আপনাদিগকে কিয়ৎক্ষণ বিরক্ত করিতে চলিলাম । আপনারা ক্ষমা করিবেন । যে বিষয়ের প্রসঙ্গ করা যাইতেছে, ইহা যে কেবল আপনাদিগের বিরক্তিকর এরূপ নয়, আমাদিগেরও নিতান্ত অরুচি ; অসুখ ও ক্লেশকর । কোন ক্রমে এতৎপ্রচারে আমাদিগের ইচ্ছা ছিল না । অগত্যা আমাদিগকে এ বিষয়ে হস্তক্ষেপ করিতে হইতেছে ।

যে বিষয় লইয়া বেদান্তবাগীশের সহিত আমাদিগের বিবাদ হইতেছে পাঠকগণের যদি স্মরণ না থাকে, সংক্ষেপে তত্তাবৎ উল্লিখিত হইতেছে ।

প্রায় তিন মাস হইল, বেদান্তবাগীশ দাক্ষিণাত্য কুলীন বৈদিক শ্রেণীর কুলসম্বন্ধের কাল পরিবর্ত্তন সংক্রান্ত একটী প্রস্তাব লিখিয়া কতকগুলি পুস্তক মুদ্রিত ও প্রচারিত করেন । উহার একখণ্ড আমাদিগের নিকটে প্রেরিত হয় । আমাদিগের যেরূপ নিয়ম আছে, আমরা উহার গুণ দোষ বিচারে প্রবৃত্ত হইলাম ; দেখিলাম প্রস্তু খানি সারবান হয় নাই ; ঐ গ্রন্থে যে যে দোষ বোধ হইল, আমরা তাহা ২৫এ ভাদ্রের সোমপ্রকাশে লিখিয়া দিলাম । বেদান্তবাগীশ [illegible] বিভ্রান্ত অপসিদ্ধান্ত হইয়া পড়িলে । তিনি দাম্ভিক পর নাই, কুপিত (১) হইয়া উঠিলেন এবং বৈরনির্যাতন চেষ্টা দেখিতে লাগিলেন । তিনি প্রথমে আপনার মনের ভাব গোপনে রাখিয়া আমাদিগের নিকটে এক খানি প্রেরিত পত্র পাঠাইলেন । [illegible] কোন [illegible] না থাকাতে [illegible] আমাদিগের ইচ্ছা [illegible]

---

(১) [illegible]

[illegible]রিউইচর্ক ১৬ই সেপ্টেম্বর। সেকলিন সাহেব সেবাস্তোপোলে উপস্থিত হইয়াছেন, পূর্ব্বে যে যুদ্ধের অবধর হইয়াছিল, তাহা আর হইবে না। উত্তরাংশের সৈন্যেরা কাবণার [illegible] করিয়াছে। দক্ষিণাংশের অনেক সৈন্য পশ্চিত হইয়াছে।

লণ্ডন ২৬ সেপ্টেম্বর। দক্ষিণাংশের অনেক [illegible] সেন্ট্রালে অবস্থিতি করিতেছে, তথাকার লোকেরা তাহাদিগকে সমাদর পূর্ব্বক গ্রহণ করিতেছে।

পত্র প্রেরকের প্রতি।

চোরবাগাননিবাসী অগ্রে যথাস্থানে গিয়া জানুন পশ্চাৎ আমাদিগের নিকটে পত্র প্রেরণ করিবেন না জানিয়া শুনিয়া কোন কথা লেখা ধৃষ্টের কার্য্য. আমরা তাহার উত্তর দান করিতে চাহি না।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক
মহাশয় সমীপেষু।

সম্পাদক মহাশয়! যে সকল সদনুষ্ঠান ও সাধু ভাবের জন্য আপনার সোমপ্রকাশ বিখ্যাত হইয়াছে অপক্ষপাতিতা তাহার মধ্যে একটী প্রধান। চতুর্দ্দিকের ঘটনার মধ্যে অবাক [illegible] শীল [illegible] যাহার [illegible] প্রতি বিষয়ে তাহার প্রতি মনুষ্যের কেমই না শ্রদ্ধা হইবে। কিন্তু বিগত [illegible] দিবসীয় সোমপ্রকাশে ব্রাহ্মদিগের গৃহবিচ্ছেদ এই [illegible] আখ্যায়িকা যুক্ত যে প্রস্তাবটি [illegible] হইয়াছে, তাহা পাঠ করিয়া হৃদয়ে যেন কিছু আঘাত লাগিল। আমরা কতিপয় ব্রাহ্মদিগের মধ্যে কেন কেহ যদি দোষ গুণ নির্ণয় না করিয়াই ব্রাহ্মধর্ম্মানুযায়ী [illegible] আচার্য্যের প্রতি বিরোধী হইয়া থাকেন, তাহা বলিয়া যে যথার্থই ব্রাহ্মসমাজের মধ্যে গৃহবিচ্ছেদ হইয়াছে ইহা কোন মতেই সঙ্গত বোধ হইতেছে না।

ব্রাহ্মসমাজের প্রধান আচার্য্য মহাশয় কি প্রকারে [illegible] করিয়াছিলেন, তাহা সবিশেষ না জানিয়া কেবল এই মাত্র শুনিয়াই অনেকেই মনে যে সন্দেহ হইয়াছিল, সঙ্গিদের [illegible] একেবারে দূর হইয়া গিয়াছে [illegible] কাহারও কোন সংশয় নাই। [illegible] দূর হইয়া থাকুক [illegible] বিষয়ে [illegible] বিশ্বাস ও কার্য্যেতে ঐক্য [illegible] আবার ব্রাহ্মধর্ম্মের

এই ব্রাহ্মধর্ম্মের অনুষ্ঠানের [illegible] পড়িতেছেন আমরা তাহাতে কোন অংশে কিছু কারণ দেখিতে পাই না, কেবল [illegible] ধর্ম্ম এখনো ধর্ম্ম বলে আপন [illegible] নাই, তাঁহারা এখনো, লোকের [illegible] অধিক করিয়া থাকেন কিন্তু [illegible] উক্ত আচার্য্য প্রতি তাঁহাদের [illegible] জ্ঞান ও আস্থা আছে, কিন্তু [illegible] যে আমরা তন্মধ্যে প্রবেশ করিয়া দেখিলেই সন্দেহ থাকে বুঝিতে [illegible] আবশ্যক যে উক্ত আচার্য্য [illegible] উপলক্ষে [illegible] প্রকাশ, [illegible] একটি [illegible] দেখিতে পাই

(১) ঈশ্বরের উপাসনা [illegible] ব্রাহ্মদিগের এই প্রকার লক্ষ্য এবং সকলেরই এই লক্ষ্য থাকা উচিত, যে তাঁহারা যে কোন কর্ম্ম [illegible] সকলি ঈশ্বরকে সমর্পণ [illegible]। সাংসারিক কোন কার্য্য ঈশ্বরের উপাসনা করিয়া ঈশ্বরেতে সমর্পণ না করিলে [illegible] হয় না। ব্রাহ্মধর্ম্ম আমাদের উদাসীন ধর্ম্ম নহে। উহাকে গৃহ কার্য্যের মধ্যে আনিতে হইবে আকাশের অতীত ঈশ্বরকে সংসারের মধ্যে [illegible] ওতপ্রোত করিতে হইবে, তবেই ব্রাহ্মধর্ম্মের যথার্থ গৌরব প্রকাশ পাইবে [illegible] না হইলে ব্রাহ্মধর্ম্ম জীবনের ধর্ম্ম হইতে পারে না, [illegible] ধর্ম্ম হইতে পারে না [illegible] ধর্ম্ম হইতে পারে না। ব্রাহ্মেরা যতই ঈশ্বরের নিকটবর্ত্তী হইতেছেন ততই জানিতেছেন যে ঈশ্বর হইতে বিমুখ হইলে তাঁহারদের সাধু কর্ম্মও [illegible]

(২) পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর হইয়াছিল। পিতার প্রতি [illegible] কৃতজ্ঞতা একটি আমাদিক [illegible] এপ্রকার ভাবের উদয় হয় না, আপনার সাধুতার প্রতি [illegible] বিপুল [illegible] করিতে হইবে। আমার [illegible] যে প্রকার ভাব [illegible] না জানিয়া [illegible] অনেক সময় তদনুযায়ী কর্ম্ম করিয়া ফেলে, আমরা [illegible] বাক্যও [illegible] ভাবের অনুগত না হইয়া থাকিতে পারে না। [illegible] আচার্য্য মহাশয়ের মুখ হইতে [illegible] তাঁহার পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ [illegible] বাক্যে [illegible] দিতেছে তাহা [illegible]

[illegible] প্রতি বাক্য পিতার [illegible] তাঁহার [illegible] মূল, এপ্রকার কৃতজ্ঞতা প্রকাশ [illegible] স্বাভাবিক ও সংগত [illegible] আর নাই

সোমপ্রকাশে লিখিত হইয়াছে যে [illegible] [illegible] সেই কৃতজ্ঞতা [illegible]
[illegible]
[illegible]
[illegible]
হইবে তথাপি
কিন্তু সমুদায়
[illegible] কোন কথ
[illegible]
[illegible] হইয়া
[illegible]
সহিত পৌত্তলি
পৌত্তলিকতা
[illegible] কিছু যুক্তি
[illegible]
[illegible] পাঠ ক
ঈশ্বরকে হৃদয়ে [illegible]
[illegible] বাক্য বিরুদ্ধ
পৌত্তলিকতা হইতে
অন্ধকার আর আলোক।

[illegible] কিছু প্রয়োজন সকলি [illegible] হইবে ইহা যেমন একটী অলঙ্কার, আর কিছু প্রয়োজন সকলি পরিত্যাগ করিতে হইবে [illegible] আর একটী [illegible]। "[illegible]" এই কথাটি [illegible] বলিয়া উহা কি আর ব্রাহ্মদিগের [illegible] নহে, না উহা বলিলেই ব্রাহ্মেরা পৌত্তলিক হইবে? পৌত্তলিকেরা [illegible] দিয়া ব্রাহ্মেরা কি আর [illegible] নামক [illegible] উপাসনা করিতে পারিবেন না? যদি [illegible] তাঁহাদের [illegible] উপাসনা করিতে কোন [illegible]

কেহ কেহ ইহাকে ব্রাহ্মধর্ম্মের সহিত বাহ্যিক অনুষ্ঠানের যোগ হওয়াতে ব্রাহ্মধর্ম্ম [illegible] হইতেছে। ব্রাহ্মদিগের বিশ্বাস এই, যে ব্রাহ্মধর্ম্ম সংসার ধর্ম্মের ও বাহ্যিক অনুষ্ঠানের [illegible] প্রকাশেতেই ব্রাহ্মধর্ম্মের গৌরব হইয়াছে। ব্রাহ্মধর্ম্ম উদাসীন ধর্ম্ম নহে যে তাহার আধিপত্য সাংসারিক অনুষ্ঠানের মধ্যে প্রকাশ পাইবে না। [illegible] করিব না, এই প্রকার কোন

[illegible] কিছু যেমন [illegible] উচিত ... সুপ্রাপ্য [illegible] করা উচিত।

৩। [illegible] আচার্য্য ... প্রার্থনা [illegible] ছিলেন। ... [illegible]

[illegible] তাঁহারাই ঈশ্বরের [illegible] ... নিকটেই সাধুদের [illegible] করিয়া বলিতেছেন যে [illegible] ... তখন তাঁহারা [illegible] ... আর তাঁহারা ঈশ্বর [illegible] ... [illegible]

[illegible] অবস্থা হইয়াছে " [illegible] পরিবর্ত্তন দেখুন, তাহাদিগের মনে যদি শিশু সুলভ [illegible] উদয় হয় আর যদি তাঁহারা [illegible] সাধুভাষায় তাহাদিগের সেই [illegible] কোন কথা শুনি তবে সেই পুরাতন কথাকে [illegible] কেমন আগ্রহের সহিত গ্রহণ করে, ও মর্ম্ম সমস্তকে ধারণ করে। ঐ রূপ আমাদেরও কেমন পুরাতন সংস্কৃত ভাষার উপর একটী অনির্ব্বচনীয় স্নেহ ও মমতা আছে তাহাই আমারদিগকে কেন, সমুদায় ভারতবর্ষীয়দিগকেই [illegible] প্রতি পক্ষপাতী করে।

আপনি বলিয়াছেন পৌত্তলিকদিগের সহিত [illegible] [illegible] বহিল। কি বহিল, আমরা বুঝিতে পারিলাম না। [illegible] বটে বটে কিন্তু " [illegible] " শব্দ থাকিবে [illegible] [illegible] হইবে, নতুবা ভিন্ন অভিধান সৃষ্টি করিতে হয়। ভিন্ন অভিধান সৃষ্টি করা ব্রাহ্মদিগের লক্ষ্য নহে তাঁহারা পবিত্রাভিলাষী বলেন, কথা যে যে স্থান হইতে পাইয়া তাঁহাদের ভাব ব্যক্ত করিতে পারিলেই হইল. যে কোন প্রকারেই হউক ঈশ্বরের মহিমা [illegible] করিতে পারিলেই তাঁহাদের সকল কাম পূর্ণ হইল, সংসারের ভাবৎ কার্য্য ঈশ্বরকে অর্পিতে পারিলেই তাঁহাদের জীবন চরিতার্থ হইল।

কোন এক ব্রাহ্ম।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু।

মহাশয়! আমি অত্যন্ত দুঃখিত চিত্তে সর্ব্বসাধারণ আপনকার পাঠকগণকে অবগত করিতে বাধ্য হইলাম। [illegible] পূর্ব্বে আপনকার বিবিধ সংবাদ [illegible] [illegible] বিষয় [illegible] গত সপ্তাহে উক্ত গ্রামে উপস্থিত হইয়া [illegible] তাহার ভয়ঙ্কর মূর্ত্তি দেখিলাম। [illegible] আরম্ভ হইয়া এই কয়েক মাস মধ্যে [illegible] একেবারে উৎসন্ন করিয়াছে। [illegible] [illegible]

[illegible] বিদেশী, [illegible] [illegible] ন ম্যালেরিয়া জ্বর হওয়ায় [illegible] পড়িতেছে, গবর্ণমেণ্ট [illegible] [illegible] দ্বারা ঐ সকল স্থান পরিষ্কার করাইলে এবং পুষ্করিণীর ঐ সকল স্থানে [illegible] না হইলে না। পাত্রীগ্রাম নিবাসী শ্রীযুক্ত নীলনাথ চক্রবর্তী তাবৎ জ্বর রোগের শান্তির [illegible] জ্বরপীড়িত লোকদিগের চিকিৎসা ও শান্তি-নিবারণ জন্য শীঘ্র গবর্ণমেণ্টে একখানি আবেদন পত্র প্রেরণ করিবেন, এবং তাহাদিগের ও [illegible] লোকেরা ঐ প্রকার করিবার চেষ্টা করিতেছেন। এক্ষণে গবর্ণমেণ্ট অনুকূল হইয়া অস্তত দরিদ্র লোকদিগের চিকিৎসার জন্য [illegible] এবং ঐ সকল স্থান পরিষ্কার করাইলে এখনও বহুসংখ্যক লোকের [illegible] রক্ষা হইতে পারে। এ বিষয়ে কলিকাতা [illegible] সমাজের ও ভারতবর্ষীয় সভার অধ্যক্ষ-[illegible] উচিত তাহারা ভিন্ন জ্বরকাতর [illegible] আর শক্তি নাই।

কবালপাড়া। ১৬ই আশ্বিন ১২৭৯ সাল।

শ্রী[illegible]চন্দ্র চট্টোপাধ্যায়

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু।

মহাশয় এখন শ্রীযুক্ত [illegible]চন্দ্র বেদান্ত-বাগীশ মহাশয় কুলীন বৈদিক শ্রোত্রীয় কুলস [illegible] প্রথা পরিবর্তন বিষয় প্রায়ই আন্দোলন [illegible] যে বিষয়, আমরা অতিশয় আহ্লা-[illegible] আছি। [illegible] এই কুৎসিত প্রথা রহিত [illegible] তাহাই আমাদিগের সম্পূর্ণ অভিলাষ কিন্তু একটী বিষয় দেখিয়া শুনিয়া অত্যন্ত দুঃখিত [illegible] হইয়াছি।

প্রথম [illegible] বেদান্তবাগীশ মহাশয়ের সহিত [illegible] মতের অনৈক্য হওয়ায় [illegible] [illegible] (১) বলিয়া, কটূক্তি করা [illegible] ক্রোধ প্রকাশ ভিন্ন প্রকৃত বিষয়ের কিছুই [illegible]।

দ্বিতীয়তঃ কোন বিজ্ঞ লোকের মুখে শু-[illegible] যে, আপনি যে কটূক্তি গুলি প্রকাশ [illegible] ছিলেন তাহা অযথাতঃ [illegible]

[illegible] বেদান্তবাগীশ [illegible] (২) সম্বন্ধে [illegible] বাগীশের নিকট [illegible] স্বীকার করিয়াছেন (এবি [illegible] প্রকাশে তাহা প্রকাশ [illegible] নাই। ইহা যদি সত্য হয় তাহা হইলে অত্যন্ত দুঃখের বিষয়, কারণ আপনার [illegible] ব্যক্তিদিগেরও যদি [illegible] অনৈক্য হইল তাহা হইলে [illegible]।

বেদান্তবাগীশের সহিত আপনার যে কয়েকটী মতের অনৈক্য হইয়াছিল, তন্মধ্যে [illegible] কন্যাদান প্রথা, এবং না থাকা [illegible] তাহার মধ্যে একটী উভয়েরই মতান্তর। আপনি সোম-প্রকাশে প্রকাশ করিয়াছেন যে, ঐ ব্যক্তিমধ্যে দ্বিতীয় পক্ষে [illegible] কন্যাদান প্রথা, প্রচলিত আছে কিন্তু বেদান্তবাগীশ [illegible] স্বীকার করেন নাই।

বৈদিক জাতির কুলমর্য্যাদা প্রথা পরিবর্তন বিষয়ে আমাদেরও কিছু অধিক আগ্রহ আছে সুতরাং সর্বদাই আমরা ঐ সকল বিষয়ের [illegible] সোমপ্রকাশ [illegible] এবং সোম-প্রকাশ পাঠিকে সকল বিষয় [illegible] ঐ বিষয়টীরই অনুসন্ধান করিয়া থাকি। [illegible] তারিখের পত্রিকায় দেখিলাম আপনি লিখিয়াছেন যে, শ্রীযুক্ত [illegible]চন্দ্র বেদান্তবাগীশ যে পত্রখানি আমাদের নিকট পাঠাইয়াছেন তাঁহার সহিত আমাদের যে বিষয়ে মতভেদ তাহার

(২) [illegible] বেদান্তবাগীশকে [illegible] [illegible] সোমপ্রকাশ [illegible] [illegible] বেদান্তবাগীশের [illegible] [illegible] বেদান্তবাগীশ [illegible] [illegible] লোক [illegible] [illegible] কোন [illegible] [illegible] [illegible] বেদান্তবাগীশের [illegible] [illegible] বেদান্তবাগীশকে কুসংস্কারবিশিষ্ট বলিয়া [illegible] [illegible] [illegible] সোমপ্রকাশ [illegible] [illegible] [illegible] আমরা [illegible] [illegible] [illegible] বলুন।

(৩) পত্র লেখক সোমপ্রকাশ না দেখিয়াই এই কথা লিখিয়াছেন। সোমপ্রকাশের [illegible] পক্ষে কন্যাদান প্রথা প্রচলিত [illegible] [illegible] নাই। বৈদিক [illegible] কন্যাদান প্রথা আছে এই ভাবে লেখা আছে, বৈদিক [illegible] [illegible] কি [illegible] [illegible] [illegible] বৈদিকেরা [illegible] কন্যাকে কোন জাতিতে বিবাহ দেন।

কোন কথা [illegible] ঠিক [illegible] ছিলেন না (৩) [illegible] না। কিন্তু লোক পরম্পরায় শুনিলাম এই কথাটি সত্য (৪) [illegible] [illegible] কুতদার [illegible] বাড়ীই বিশেষ [illegible] প্রকাশ করিয়া লোকের কথায় কোন [illegible] পর বিশ্বাস করিতে পারি না [illegible] একজন বেদান্তবাগীশ [illegible] বিষয়ে কেন বিবাদ কথা কহিবেন পত্রখানির বিষয়ে বিবিধ [illegible] শুনিতে না পারিয়া আপনাকে [illegible] করিতেছি যে, যদি ঐ পত্রখানি [illegible] হয়, তাহা হইলে অনুগ্রহ পূর্বক [illegible] কাশ করিয়া আমাদের কৌতূহল নিবৃত্তি [illegible] বেন। সকলে দেখিলেই [illegible] যে পড়িবে।

আবার [illegible] আপনি ঐ পত্রখানি প্রকাশ না করায় [illegible] বাগীশ পরিদর্শক এ [illegible] [illegible] ছিলেন। পরিদর্শক সম্পাদক [illegible] প্রকাশ করিয়াছেন (৫) [illegible] নিকট পত্র প্রথমে [illegible] দর্শক সম্পাদকের সহিত [illegible] থাকায় এবং শ্রীযুক্ত বাবু [illegible] সহিত পরিদর্শক সম্পাদকের [illegible] থাকায় [illegible] ব্যক্তি [illegible] (৬) [illegible] [illegible] পরিদর্শক সম্পাদক [illegible] [illegible] যে, আনন্দচন্দ্র [illegible] [illegible] তাহা যেন পরিদর্শকে [illegible] [illegible]। হা! হতভাগ্য বঙ্গদেশ, [illegible] [illegible] হইবে এবং [illegible] তোমার অমঙ্গলই, মহাশয় [illegible] তাহাদিগেরই পরিণাম এই; [illegible] কোথা [illegible] [illegible] [illegible] [illegible] মহাশয়। আপনি [illegible] [illegible] [illegible] না। এইটী কি আপনার [illegible] ছিল যে, [illegible] (৬) [illegible]

[illegible] বৈদিক [illegible] [illegible] [illegible] লোকের নিকটে [illegible] [illegible] [illegible] [illegible]

(৫) পরদর্শক [illegible] [illegible]

(৬) [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] বেদান্তবাগীশকে [illegible] [illegible] [illegible]

(৭) [illegible] [illegible]

...হে। ... এই পত্র ... নিকট ... এবং এক ... যদি আপনি অনুগ্রহ প্রকাশে ... তাহা হইলে ... [illegible]

১০ আশ্বিন ১২৬৯।

অনুরোধ টা কি সত্য?

[illegible]

... পত্র প্রেরকদিগের নিকটে ব- ... [illegible] সহিত দুটি বিষয়ে আমাদিগের মতের অনৈক্য হইয়াছে। এক, তিনি সিদ্ধান্ত করিয়াছেন, ... বৎসরের পর সপ্ত বৎসরের মধ্যে ... প্রত্যাখ্যান হইবে, আমরা সিদ্ধান্ত করিয়াছি, ... অব্যবহিত পূর্ব্বে কন্যার ... কর্ত্তব্য। দ্বিতীয়, তিনি কহি- ... কুলীনদার পক্ষে কন্যাদান শাস্ত্র-বিরুদ্ধ আছে। ... আমরা জিজ্ঞাসিয়াছিলাম, এত লোকে যে দ্বিতীয় বিবাহ করিতেছে, সে সকল বিবাহ অবৈধ হইতেছে? এই দুই বিষয় লইয়া যদি কেহ বিচার ও যুক্তিসহ উত্তর দান করেন, আমরা শিরোধার্য্য করিয়া লইব ও সেই পত্র সোমপ্রকাশে প্রকাশ করিতে পরাঙ্মুখ হইব না, কিন্তু যিনি অন্য কথা লইয়া আমাদিগের পাঠকগণকে বিরক্ত করিবার চেষ্টা করিবেন, তাঁহার পত্র প্রকাশিত হইবে না, তিনি নিশ্চয় জানিবেন।

সম্পাদক

[illegible]

[illegible] কিছুই [illegible] পূর্ব্ব [illegible] না জানা [illegible] যদি তাহার [illegible] করিতেন, [illegible] আরোপ [illegible] যদি [illegible] বলেন: [illegible] অধিকার [illegible], অনুরূপ [illegible] কেবল [illegible] দ্বারা আমা [illegible] কিরূপেই বা [illegible] ।

[illegible] পাত্রে কন্যাদান [illegible] বৈদিক শ্রেণী [illegible] কুলীন পাত্রে [illegible] কুলজার [illegible] মোগুখ্যা [illegible] উদ্দেশ্য নহে । [illegible] আছে সুতরাং [illegible] আমার [illegible] কুলজার পাত্রে কন্যা

[illegible] অন্য শ্রেণী যদি কুলজার পাত্রে [illegible] করিতে পারিতেন, বৈদিক শ্রেণী

[illegible] পরিত্যাগ করিয়াছেন কি জানিয়াছেন ? [illegible] কোন রূপেই সঙ্গত নহে । অতএব তিনি নিজে কুলীন বৈদিক হইয়া কি বিবেচনায় ঐ রূপ লিখিয়াছেন বুঝিতে পারি না । লেখাটি দেখিলে তাহাকে [illegible] বোধ হয় না এবং [illegible] বলাও এস্থলে সঙ্গত নহে । যাহা হউক বিদ্যাভূষণ কি বৈদিকদিগের [illegible] কিছুই জ্ঞাত নহেন ? তিনি নিজেতো পরে পরে তিনটী বিবাহ করিয়াছেন, প্রথমটী কুল সম্বন্ধে কুলীনের কন্যা দ্বিতীয় ও তৃতীয়টী মৌলিকের কন্যা । যদি কুলীন বৈদিক শ্রেণী মধ্যে কুলজার পাত্রে কন্যাদান প্রথা প্রচলিত থাকিত, তাহা হইলে তাঁহার প্রথম বিবাহ কুলীন কন্যাটী গত হইলে যখন তিনি কুলজার হইয়াছিলেন, তখন আর কেন কুলীনের কন্যা প্রাপ্ত হইলেন না ? [illegible] কি তিনি জ্ঞাত নহেন ? অতএব জানিবার সুলভ উপায় সত্ত্বেও যে ব্যক্তি [illegible] সংবাদ জ্ঞাত হইতে পারেন না, এমত ব্যক্তি যদি [illegible] পত্রের সম্পাদকের ভার গ্রহণ করে, তাহা হইলে তাঁহার দ্বারা [illegible] ও সর্ব্ব সাধারণের যে কিরূপ [illegible] যথার্থ সংবাদ পাইবার সম্ভাবনা, তাহা পাঠক মহাশয়েরাই বিবেচনা করিবেন ।

[illegible] বিদ্যাভূষণ [illegible] দিতে নিজের [illegible] আনয়ন করেন এরূপ [illegible] যে [illegible] কি [illegible] এই [illegible] যে [illegible] কুলমর্য্যাদা [illegible] কি না এবং প্রতিপাদিত পরিবর্ত্তন হইতে পারি [illegible]

[illegible] বিদ্যাভূষণ [illegible] আমি বাঙ্গালায় [illegible] বাঙ্গালায় [illegible] যে কত দিন তাহা [illegible] নাই । [illegible] বিদ্যাভূষণের [illegible] বিবাহ [illegible] ২৪ তারিখের সোমপ্রকাশে [illegible] বাঙ্গালায় করিবার জন্য [illegible] করেন, কিন্তু [illegible] আমি [illegible] বৎসর বয়সের (৭) [illegible]

৩ । বাগ্দান শব্দের অর্থ [illegible] তাহার অনিষ্ট করিবার শক্তি নাই, কেননা [illegible] সেই বাগ্দান করিতে হইবে, [illegible] করিয়া দিতেছে না । [illegible] বাগ্দানের যে বিকৃত [illegible] তাহা অতিশয় অনিষ্টকারী [illegible] বর্দ্ধ কর। আমাদিগের [illegible]

[illegible] সম্ভাবনা কি ? না ।

(৭) গর্ভে গর্ভে অথবা [illegible] করা যে অত্যন্ত গর্হিত কর্ম্ম, [illegible] অনেক [illegible] জন্ম হয় । [illegible] আমি এই [illegible] করি, [illegible] বয়সে [illegible] পূর্ব্বক বিবাহ দিয়া [illegible] করিব না । [illegible] কেই আমাদিগের [illegible] আমার পূর্ব্বকৃত প্রতিজ্ঞা [illegible] কথা রক্ষা হইল না । [illegible]

[illegible] দিতে নিজের পৌত্র [illegible] পদের বিবাহ হইবে কি না

[illegible] বৈদিক শ্রেণী মধ্যে কুলীনের কুলীন [illegible] পাত্রে কন্যাদান প্রথা নাই, [illegible] কুল নষ্ট হইয়া [illegible] এরূপ প্রথা থাকিবার সম্ভাবনা [illegible] কুলীন কুলজার পাত্রে কন্যাদান প্রথা [illegible] বিচার উপস্থিত [illegible] দ্বিতীয় [illegible] কন্যার [illegible] পাত্রে [illegible] এই বিচারই উপ- [illegible] বিবাহ এই, [illegible] কেবল [illegible] আমার [illegible]

[illegible] আমার [illegible]
[illegible] সোমপ্রকা- [illegible] আমি [illegible], তিনি এই প্রথা [illegible]

(৫) [illegible] পর্য্যন্ত [illegible] কাল এবং দ্বিতীয় পাত্রে কন্যার [illegible] থাকিতে পারে কিন্তু কুলজার পাত্রে [illegible] পারে না, শাস্ত্রে এরূপ [illegible] কুলীন ঐরূপ [illegible] করিয়াছেন । ইহাতে কুল [illegible] কিরূপে [illegible] কি [illegible] হইতে পারে ?

[illegible] যদি দুই [illegible] কন্যার [illegible] সেই কন্যাটির [illegible] হইবে, তখন আমার পুত্রের [illegible] হইবে, এরূপ সম্বন্ধ [illegible] বেকম্য [illegible] হয় । [illegible] দুই [illegible] কন্যার সহিত [illegible] কুল [illegible] কখন হয় নাই [illegible] হইয়াছে । [illegible]

[illegible] বর্ণ [illegible] বিবাহ, এ সমুদায়ে উ- [illegible] করিয়া নিজ পুত্রকে বিনা মধ্যে আট [illegible] পর্যান্ত রাখিতে সমর্থ হইয়াছিল, সেটী [illegible] কুৎসিত কুল মর্য্যাদা প্রথা [illegible] অনুগত চেষ্টার ফল নয় [illegible] কোন উপায় নাই, সেখানে এক- [illegible] দ্বারা [illegible] সিদ্ধি করা কি যুক্তি [illegible] আমাদিগের শিক্ষাও অ- [illegible] করিয়াছে, আমরা [illegible] আচরণের চেষ্টায় [illegible] মাত্র চিক বয়- [illegible] আমাদিগের [illegible] থাকিয়া যত দূর [illegible] আমরা [illegible] সমাজ বহি- [illegible] হইয়া স্বতন্ত্র হই, নচেৎ প্রতি আমাদি- গের যে কর্ত্তব্য কর্ম্ম আছে [illegible] আমাদিগের সামর্থ্য থাকিবে না, সুতরাং [illegible] দায় ভাগী হইতে হইবে। একজন বে- [illegible] একটী কথা জিজ্ঞাসা করা আবশ্যক [illegible] বিবাহ উঠাইয়া দেওয়া একে [illegible] বাগীশ কি কর্ত্তব্য [illegible] বাল্য বিবাহ উঠাইয়া দিবার [illegible]

[illegible] এই বৈষম্য [illegible] নিমিত্ত হইতেছে। বেদান্ত [illegible] ব্যক্তি বলিয়া লব্ধ পণ্ডিত [illegible] কোন ক্রমেই তাঁহার [illegible] কথন দেখ সাধা- [illegible] নাই। স

টী আছে, [illegible] করিয়া পাঠক [illegible] পাঠ করেন। আমরা গত বারের পত্রে দেখিলাম, একটা শব্দের অক্ষর পরিবর্ত্ত আর একটী শব্দ নূতন যোগ হইয়াছে, অতএব এবার যেন সেরূপ না হয়।

শ্রী[illegible]চন্দ্র বেদান্ত বাগীশ

৪ আশ্বিন ১২৮৪

পাঠকগণ! দেখুন বেদান্তবাগীশের [illegible] পত্রে দুটী ভুল [illegible] হইয়াছে, তিনি [illegible] করেন নাই, [illegible] থাকেন বটে [illegible] কেবল [illegible] করিয়া [illegible] [illegible] কুলীন বৈদিক [illegible] উপস্থিত [illegible] [illegible] শ্রেণীর [illegible] হিন্দু শা- [illegible] পাত্রে কন্যাদানের বিধি [illegible] করিয়া [illegible], তাহা কি কেবল কুলীন বৈদিক [illegible] শ্রেণীর উপরে [illegible] [illegible] কুলীন বৈদিকদিগের [illegible] পাত্রে [illegible] এই

---

(৯) আমরা সোমপ্রকাশে প্রকাশিত বে- দান্ত বাগীশের পূর্ব্ব [illegible] পত্র [illegible] দেখিলাম, তিনি যে কথা লিখিয়াছেন, তাহা যথার্থ। আমাদিগের কম্পোজিটরের প্রেরিত পত্রের অংশটী যেন একেবারে [illegible] রাখিয়াছেন। [illegible] [illegible] দিয়াছিলেন। [illegible] সোমপ্রকাশ সম্পাদক মহাশয়ের [illegible] বাগীশের প্রেরিত পত্র [illegible] মহাশয়েষু" এইরূপ লিখিত [illegible] নূতন শব্দ যোগ হইয়াছে। [illegible] বাগীশ লিখিয়াছেন "অনেকের [illegible] ক নয় বলিয়া ভ্রম আছে।" [illegible] শেষ পঙ্ক্তি "আমি" এই [illegible] থাকিবে "নয়" এই ক্রিয়া আবশ্যক নয় এই বিবেচনা ক রিয়া "নয়" এইরূপ করিয়া দিয়াছিলেন। [illegible] বেদান্ত বাগীশের শেষ লেখাতে [illegible]

[illegible] না বলিয়া [illegible] হতে পারেন নাই [illegible] কন্যা দান হয়, সেটী ব্যব- [illegible] করিয়াছিলেন, কি [illegible] যাইতে পারে [illegible] দেওয়া যায় না। [illegible] লিখিয়াছিলাম, [illegible] পাত্রে কন্যা দান [illegible] কুলীন বৈদিকদি- [illegible] কেন?

যাহা হউক [illegible] বেদান্তবাগীশকে [illegible] কোপ পরিত্যাগ করুন, এবং [illegible] কাজ আরম্ভ [illegible] সম্প্রদায়ের অনু- [illegible] দিলে আমরা [illegible] রক্ষা করিবার [illegible]

[illegible] দিন দিন [illegible] দের এমনি বাধা বাধকতা [illegible] যে একের বিপদে [illegible] [illegible] পারেন না; উঁহা [illegible] চিত হয় না। সে দিন [illegible] দুর্ভিক্ষ হইল, ইংরাজেরা [illegible] পীড়িত ব্যক্তিদিগের সাহায্যার্থ [illegible] [illegible] উদ্যোগ ও অর্থদান [illegible] মান্দ্রাজের দুর্ভিক্ষ [illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible], তাহার সেনার সকতি সা-

হায্যে [illegible] কার্য্য করেন।

আমেরিকার যুদ্ধ।

সম্প্রতি শুনিলাম, আমেরিকার উ-

ত্তর লোকেরা জয়ী হইয়াছেন, [illegible]

[illegible] দক্ষিণাংশ জয়

[illegible] করিয়াছেন। এইরূপে জয় পরাজয়

[illegible] আমাদিগের শ্রুতিপথ

[illegible] হইতেছে। শীঘ্র যে এ অনল নি

[illegible], এরূপ আকার দেখা যাইতেছে

[illegible] বিরোধ স্থলে উভয় পক্ষ

[illegible] না হইলে এইরূপ [illegible] হই-

[illegible] পক্ষ [illegible] পক্ষ [illegible]

[illegible] তখন [illegible] হয় না।

[illegible] অধিকতর প্রভুশক্তি মন্ত্রশক্তি

[illegible] শক্তি সম্পন্ন হন, জয়লক্ষ্মী

অনুগামিনী হইয়া থাকেন। উপ-

[illegible] উভয় পক্ষ তুল্য বল, বীর্য্য, অ-

[illegible] শক্তি সম্পন্ন দৃষ্ট হইতেছেন।

[illegible] মহাভারত বর্ণিত কুরুপা-

[illegible] উভয় পক্ষেরই উৎসন্ন

[illegible] সম্ভাবনা।

কিন্তু যদি অনুধাবন করিয়া দেখা যায়,

[illegible] দুর্ঘটনা হইবার সম্ভাবনা

[illegible]। ইহাদিগের [illegible]

[illegible] হইয়া ইহারা যদি আপনা

[illegible] ক্ষান্ত না হন, ইউরোপের প্রধান

[illegible] রাজ্যগণকে মধ্যবর্ত্তী হইয়া যুদ্ধ

[illegible] ইহাদিগকে শান্ত করিতে হই-

[illegible] নাই। [illegible] কেবল

[illegible] ইহাদিগের সহিত

[illegible] যুদ্ধ হইয়া আছে। একের

[illegible] সঙ্কটসহিত বিপদ্পাতের সম্ভাবনা।

[illegible] রিকায় কেবল এক কুল [illegible]

[illegible] লোকদিগের

[illegible] বিদ্রোহ হইবার উপক্রম হ-

[illegible] কর্ত্তৃপক্ষগণ ভারত-

বর্ষ হইতে [illegible] ঐ ক্ষতিপূরণ করি-

বার [illegible] আশা করিয়াছেন, সম্পূর্ণ রূপে

ও শীঘ্র তাহার [illegible] হইবার সম্ভা-

বনা নাই। অনেক বিঘ্ন আছে। সেই স-

কল বিঘ্ন অতিক্রম করিয়া আশু ইষ্ট সি-

দ্ধি করিবার সম্ভাবনা কি? অতিশয় ব্যস্ত

হইলে শেষে ভারতবর্ষেরও আনুষঙ্গিক

অনিষ্ট ঘটিয়া উঠিবে।

ফলতঃ আমরা দিব্য চক্ষে দেখিতে

পাইতেছি, ইংলণ্ডের সহিত আমেরিকার

যুদ্ধ উপস্থিত হইলে যেরূপে উহার শেষ

হইয়াছিল, আমেরিকার গৃহ যুদ্ধও সেই

রূপে শেষ হইবে। উত্তর দেশের গবর্ণমেণ্ট-

টকে শেষে দক্ষিণাংশের স্বাধীনতা প্রদান

করিতে হইবে সন্দেহ নাই। উভয় পক্ষে-

র এবং পৃথিবীর অন্য অন্য খণ্ডের বহু-

তর ক্ষতি হইল এই মাত্র। ইংলণ্ডের স-

হিত আমেরিকার যুদ্ধের এবং আমেরি-

কার গৃহ যুদ্ধের পরস্পর বিলক্ষণ সৌসা-

দৃশ্য আছে। কেহ কাহার উদাসীন নহেন।

ইংলণ্ডীয়দিগের সহিত আমেরিকানদিগে-

র যেরূপ নিকট সম্বন্ধ, আমেরিকানদিগেরও

পরস্পর সেইরূপ সম্বন্ধ। সকলেই এক

জন্মভূমিতে ও এক শোণিতে উৎপন্ন।

আচার ব্যবহার, ধর্ম্ম, ভাষা, বুদ্ধি, বিদ্যা

প্রভৃতি প্রায় একরূপ।

১৮৫৭ অব্দের বিদ্রোহ কালের মহ-

ত্তর অনর্থ ঘটিবার পর যেরূপ ভারতবর্ষের

উন্নতিবিধায়ক ইষ্ট ফল লাভ হইয়াছে, আ-

মেরিকার যুদ্ধ অবসান হইলেও সেইরূপ

হইবার সম্ভাবনা আছে। আমেরিকার শা-

সন প্রণালীগত যে যে দোষ আছে, এবং

যে যে দোষ থাকাতে গৃহবিচ্ছেদ ঘটিয়াছে,

সে সমুদায় দোষ অচিরাৎ সংশোধিত হইবে

সন্দেহ নাই। দক্ষিণাংশ স্বাধীনতা লাভ

করিলে উত্তরাংশের সহিত উহার নিরন্ত-

র প্রতিযোগিতা হইবে। প্রতিযোগিতা

হইলেই পরস্পরের [illegible]

[illegible] চেষ্টা হওয়া [illegible]

[illegible] যে যাহারা জয় [illegible]

[illegible] হইলে অপকার [illegible]

[illegible] লাভ হইবে। [illegible]

[illegible] যে [illegible]

[illegible] হইতেই উহাদিগের [illegible]

জন্মিবে। [illegible]

[illegible] উত্তরাংশের [illegible]

[illegible] নহে।

---

৫৭৯ বিবিধ সংবাদ।

৩০শে কার্ত্তিক সোমবার।

আমরা শুনিয়া দুঃখিত [illegible]

পূর্ব্বদিবসে [illegible]

রাছিলেন, [illegible]

সংস্কার প্রস্তাব [illegible]

কিন্তু তাঁহাদিগের [illegible]

[illegible] দিগের অভিপ্রায় [illegible]

হারা ধর্ম্মের নিমিত্ত না [illegible]

[illegible] র নিমিত্ত পূজা করেন, তাঁহাদিগকে [illegible]

[illegible] করিয়া আদেশ [illegible]

[illegible]। অভিনিবেশ পূর্ব্বক [illegible]

প্রস্তাবের এই উদ্দেশ্য, [illegible]

মান হইবে।

[illegible] হইতে এক ব্যক্তি [illegible]

গত ১০ই আশ্বি- তত্রত্য [illegible]

তৃতীয় সাম্বৎসরিক পারিতোষিক [illegible]

হইয়া গিয়াছে। সভাস্থলে তত্রত্য [illegible]

[illegible] শ্রীযুক্ত বাবু [illegible]

পাধ্যায় ও সাতক্ষীরার [illegible]

শ্রীযুক্ত বাবু [illegible]

কে উপস্থিত [illegible]

করিয়াছেন।

আমরা [illegible]

[illegible] প্রভৃতি [illegible]

উপস্থিত হইয়াছে। [illegible] আমাদিগে

[illegible] আমরা একটী [illegible]

[illegible] তত্রত্য [illegible]

[illegible] একটী [illegible]

[illegible] চেষ্টা করিতেছেন

শ্রীযুক্ত বাবু [illegible] মুখোপাধ্যায় প্রধ-

[illegible] এক দিন [illegible] করিয়া [illegible] গোবরডাঙ্গা, [illegible] গ্রামের, অনেকে উ- [illegible] চাঁদা করিয়া ঐ স- [illegible] পরিষ্কার করি [illegible] আছেন। তাঁহাতেও অ- [illegible] হইয়াছে। অন্য অন্য গ্রা- [illegible] যদি এই দৃষ্টান্তের অনুসারী [illegible] লাভ হইতে পারে।

[illegible] সভার অর্থে ক্রমে গবর্ণমেণ্ট [illegible] অন্যান্য সকলের পীড়িত ব্যক্তিদিগের সাহায্যার্থ ও চিকিৎসক প্রেরণ করিবার আজ্ঞা [illegible] ছেন।

[illegible] কহেন দার্জিলিঙ্গ প্রদেশে অতি [illegible] ও বৃষ্টি হইয়া গিয়াছে। এত বৃষ্টি হয় [illegible] অনেক স্থান ডুবিয়া গিয়াছিল। অনেক [illegible] হইয়াছে। এবারে বর্ষার অনুগ্রহ কোথা [illegible] হবে!

[illegible] গেজেট কহেন তথাকার [illegible] বর্তী যে সমস্ত বাটী আছে তাহা [illegible] দিবার আজ্ঞা হইয়াছে।

[illegible] কহেন মেডিকাল কালেজের [illegible] ক্লাসের যেসকল ডাক্তার ইংরাজিতে [illegible] হইবেন, তাঁহারা [illegible] অপেক্ষা [illegible] টাকা অধিক বেতন পাইবেন। উৎসাহ [illegible] এ উত্তম উপায় অবলম্বন করা হই- [illegible]।

[illegible] পরিদর্শকে দুই হইল, রা[illegible] সাহেবকে [illegible] করিয়া দিবেন গবর্ণমেণ্ট তাঁহাকে ৫০০ টাকা পারিতোষিক দিবেন কহিয়াছি- লেন, [illegible] তার পরিবর্তে সেই মূল্যের এক আঙ্গু- রীয় দেওয়া স্থির হইয়াছে, এটা সকলের প- [illegible] সুবিবেচনা পরামর্শ।

[illegible] কহেন [illegible] সাহায্যার্থ [illegible] ৯০০ টাকা সংগৃহীত হইয়াছে।

[illegible] কহেন গত [illegible] জন লোক [illegible] প্রাণ ত্যাগ করিয়াছে।

[illegible] আরো কহেন [illegible] [illegible] পর [illegible] সকল [illegible] দেওয়া হয় এরূপ আজ্ঞা [illegible]

[illegible] এক শাখা [illegible]

[illegible] স্থাপিত হইয়াছে। [illegible] যদি [illegible] শাখা প্রশাখা [illegible] না হইলে [illegible] বর্ষের মঙ্গল নাই।

[illegible] নিম্ন লিখিত মূল্যের অহিফেন বিক্রয় হইয়াছে।

বেহার	১৭৪৪২৫০ টাকা
বারাণসী দেশ . .	১৩৪৩২০০ ঐ

পেট্রিয়ট কহেন [illegible] রাজা মহে- [illegible] নারায়ণ মহারাজ বাহাদুর উপাধি প্রাপ্ত হইয়াছেন।

উক্ত পত্র আরো [illegible] গবর্ণমেণ্ট বঙ্গদেশে বিদ্যাশিক্ষার জন্য গত বৎসর অপেক্ষা এবার ১১৫০২১ টাকা অধিক দিয়াছেন। [illegible] সাহেব যে টাকার জন্য লিখিয়াছিলেন সে সমুদায় প্রাপ্ত হয় নাই। কিন্তু গবর্ণর সাহেব কহিয়াছেন যে উল্লিখিত টাকা ব্যতিরেকে যদি আর অধিক টাকা আবশ্যক হয় তাহাও দেওয়া হইবেক। শিক্ষা সংক্রান্ত ব্যয় সংক্ষেপ করা কোন ক্রমেই বিধেয় নয়।

[illegible] কার্ত্তিক বৃহস্পতিবার।

ফিনিক্স কহে [illegible] গবর্ণর জেনরল [illegible] প্রদেশে যাইবেন বলিয়া [illegible] আয়োজন প্রস্তুত থাকিতে আদেশ করিয়া- ছেন।

উক্ত পত্র আরো [illegible] দিল্লী পর্য্যন্ত [illegible] আবশ্যক হইবে [illegible] কর্মচারীরা উক্ত [illegible] করিয়াছেন।

উক্ত পত্রে [illegible] ক সভার সভাগণ স্থির [illegible] ৮০ [illegible] নরেবল [illegible] কার [illegible] হইবেন। [illegible] রমাপ্রসাদ [illegible] শম্ভুনাথ [illegible] নিযুক্ত [illegible] পর [illegible] ছেন [illegible] পর্য্যন্ত [illegible]

একটী [illegible] পণ্ডিত [illegible] কোম্পানী [illegible]

[illegible]

…এবং তাঁহারা ইংরেজদিগের এক… এক সন্ধি হইতে স্থির হইয়াছে। …কালে প্রধান বিচারপতি… মিথিবাসীর সেদির… আয়াসিত। … পর প্রতি মাসে হইবেক।

…পেপার কহেন মানদ্বীপে এক …অগ্নিযোগে অনলসাৎ হইয়াছে, …প্রায় ৬০ জন লোকের মধ্যে হইয়াছে।

ক্রনিকেল কহেন, অমুক সহরে …নাম এক ব্যক্তি স্বীকার করি… গুলি মারিয়া এক ব্যক্তির প্রাণ বধ… সাহেব ঐ ব্যক্তির পরিবার… দিয়া বধ করিয়াছেন। পুলি… হত্যা করা কি দণ্ড হইবে না।

পুলিসের এই নূতন নিয়ম হই… ঘোড়া রাস্তা… দিয়া …দিক দিয়া গমন করে পু… হইবে। গত মাস, এক …অর্থ দণ্ড ও টাকা জরিমানা হইয়াছিল …পরিশোধে ৭ দিনের জন্য কারা… আজ্ঞা হইয়াছে। …

…দর্পণ কহেন গুপ্ত বাবু… বাবু গিরিশচন্দ্র… খ্রীষ্টধর্ম্মাব… বিষয় আমরা পূর্ব্বে প্রকাশ করি… পাঠকগণের জ্ঞাতার্থে লিখি… বাবুর আর এক পুত্র বাবু… গত মঙ্গলবারে সপরিবারে খ্রীষ্ট… গ্রহণ করিয়াছেন। …তাঁহাদিগকে ব্যাপ্টাইজ করেন।

…৮ই কার্ত্তিক শুক্রবার।

…ইষ্ট ইণ্ডিয়া রেলওয়ের … এক … পড়িয়া … সবিশেষ … যায় নাই। … হইতে … লোকের … লাগিয়াছে … আত্মরক্ষা … বাবু … উঠিয়া … [illegible]

…পরিবেশ প্রায় সমুদায় অকারণ অবস্থা হইতে … শিখিল। এক্ষণে নূতন পুরুষ … বিরুদ্ধ উপকার দর্শিয়াছে। এখ… ঐ পুলিস হয়, এই স্থানে … ছিল, এক্ষণে সে শঙ্কা দূর হই… সৈন্য প্রেরণে … নিযুক্ত হইয়াছে। … স্থাপিয়াও আছে।

২৯ সেপ্টেম্বর আহাম্মদ খানের পুত্র ৫০০০ সৈন্য লইয়া আমীর দোস্ত মহম্মদের সেনার সহিত এক ঘোর তর যুদ্ধ করেন, উভয় পক্ষেই অনেক লোক হত হইয়াছে। অনন্তর আমীর নূতন সৈন্য প্রেরণ করিয়া … হইয়াছেন। এক্ষণে … করিতেছেন। আহাম্মদ খানের সহধর্ম্মিণী …কালে প্রাণ ত্যাগ করিয়াছেন … কন্যার মৃত্যু সমাচার শ্রবণ করিয়া … দুঃখিত হইয়াছেন। আমীরের স্ত্রীও … তাঁহার প্রাণ ত্যাগ করিয়াছেন। কতক দস্যু একত্র হইয়া পথিক দিগের প্রাণ … করিত আমিরের পুত্র তাহাদিগকে … করিয়াছেন এবং তাহাদিগের ফাঁসির আজ্ঞা হইয়াছে।

পুনা অবজার্ভর কহেন ১৬ বৎসর বয়স্ক এক বালক অলঙ্কারের লোভে … একটী বালকের প্রাণ হত্যা করিয়া সে… হইয়াছে এবং তাহার ফাঁসি হইবার আজ্ঞা হইয়াছে।

…কহেন ১৮৫১ সালে … ভারতবর্ষে ৮৫৩১ জন লোককে শিক্ষা … করিয়াছেন তন্মধ্যে কলিকাতা ও প…

বিদ্যালয়ে	৩৬৮৯
মান্দ্রাজে	২৮৮২
বোম্বাইয়ের ও পুনার	২০৫৫
…তায়	৬৩৫
একুনে	৮৫৩১

ভারতবর্ষে ও আমেরিকায় বিদ্যাদানে … মা ২৬২২৮০ টাকা ব্যয় হইয়াছে। … ভারতবর্ষে ইংরেজ … অবস্থা … হইয়াছে।

… পাঠাইতে … প্রতি … স্বাধীন …

র কোন [illegible] নাই। পরন্তু [illegible] দিগের কোন [illegible] এক দিকে [illegible] কিন্তু আ- দের [illegible] এবং যখা [illegible] তাহার মতে [illegible] কোন রূপ থাকে তাহাও [illegible] লইয়া যায়। [illegible] পারি না।” আমরা [illegible] দিঃ [illegible] বিবি [illegible] একের [illegible] নাই কেন [illegible] করিলেন, “যে বিষয়ের চেষ্টা [illegible] কিন্তু কি করি [illegible] ঔর, আমাদের ক্রন্দনে কেহই [illegible] না। [illegible] বাবে যত [illegible] প্রায়ই এক তরফা [illegible] মোকদ্দমার [illegible] দিকে [illegible]।

[illegible] যে মোক্তারকে [illegible] [illegible] [illegible] নিযুক্ত করে [illegible] তাহা উদ্ধার [illegible] আদালতে [illegible] যেমন [illegible] উক্ত নীলকর সাহেবের আত্মীয় ও সখা। সুতরাং তাহার নিকট [illegible] সুবিচার পাইতে পারি না। বিচা[illegible] না থাকিলে কি নীলকর সাহেব এরূপ অত্যাচার করিতে পারে? যখা [illegible] দুঃখের কথা অধিক কি বলিব, আমাদের লাঙ্গল ও হেলে গরু পর্য্যন্ত কাড়িয়া লইয়া [illegible] আমরা আহার ও চাষ বাস করিতে পারিতেছি না। যদি এক দিনের নিমিত্ত কাহার হেলে গরু ভাড়া করিয়া আনিয়া চাষ করিতে যাই তাহাও তখনে কাড়িয়া লইয়া যায়। এই [illegible] আমরা এই সমস্ত বিষয়ের নিমিত্ত গবর্ণমেন্টে দরখাস্ত করিয়াছিলাম, তাহার উত্তর আসিয়াছে।” [illegible] দরখাস্তের চুম্বক ও গবর্ণমেন্টের উত্তর পাঠ করিয়া দেখিলাম যে নদী[illegible] জিলার কমিসনর সাহেবের উপর [illegible] তত্ত্বাবধান ও বিচারের ভার [illegible] হইয়াছে। [illegible]

[illegible] হইয়াছে। [illegible] যাইতেছে [illegible] পরিবর্ত্তন [illegible] প্রদান করিয়াছেন।

২২—[illegible] সমাচার [illegible] কনফিডারেটের [illegible] পলায়ন করিয়াছেন। [illegible] যাওয়া গেল [illegible] হবে।

[illegible] পটোমাক পার হইয়া [illegible] উপস্থিত হইয়াছেন [illegible] [illegible] গ্রহণ করিয়া গিয়াছে। [illegible] [illegible] হইয়া [illegible] [illegible] উভয় পক্ষে ১১০ [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] হইয়াছে [illegible] প্রচলিত হইয়াছে।

গবর্ণমেন্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেন্ট গবর্ণরের [illegible] নিয়োগ [illegible]

৮ [illegible]—মিস্তর [illegible] [illegible] সাধারণ শিক্ষা [illegible] [illegible] বাবু কালীচরণ ঘোষ [illegible] [illegible]

[illegible]

[illegible] ([illegible] সালের [illegible] আইন) মতে উক্ত প্রদেশে [illegible] অধীন [illegible] ক্ষমতা পাইবেন।

[illegible] ঘোষ।

[illegible] ঘোষ।

অক্টোবর—মিঃ [illegible] প্রদেশে ম্যাজিষ্ট্রেট ও কালেক্টরের [illegible] এবং [illegible] ফৌজদারি আইনের (১৮৬১ সালের ২৫ আইনের) ২২ ধারার [illegible] শ্রেণির অধীন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

এ, কার্মিকেল—হুগলিতে।

[illegible]—বাকীগঞ্জ জিলাতে।

আর, প্রাইস—মুরশিদাবাদে।

[illegible]—দিনাজপুরে।

এইচ, পার্কস—নোয়াখালিতে।

এ, [illegible] সাহেব—২৪ পরগণার [illegible] প্রতিনিধি হইবেন।

[illegible] প্রতিনিধি ম্যাজিষ্ট্রেট কালেক্টর [illegible] সাহেব উক্ত প্রদেশে ম্যাজিষ্ট্রেট ও [illegible] হইবেন।

[illegible] সাহেব [illegible] ম্যাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন [illegible] [illegible] প্রতিনিধি থাকিবেন।

অক্টোবর—মি, [illegible] সাহেব [illegible] ম্যাজিষ্ট্রেট ও কালেক্টরের [illegible] হইবেন।

[illegible] সাহেব [illegible] অতিরিক্ত সহকারি কমিসনর হইবেন এবং ফৌজদারি আইনের (১৮৬১ সালের ২৫ আইনের) ২২ ধারা মতে দ্বিতীয় শ্রেণির অধীন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু [illegible] ঘোষ [illegible] বিভাগের ভার [illegible] হইবেন এবং [illegible] উক্ত ম্যাজিষ্ট্রেটের [illegible] ক্ষমতা পাইবেন।

অক্টোবর—মিঃ [illegible] [illegible] [illegible] হইবেন।

বাবু [illegible]

[illegible]

[illegible] বর্তমান বিভাগে [illegible] ডেপুটি ম্যাজি- [illegible]

[illegible] হইবেন এবং ফৌজদারি আইনের (১৮৬১ সালের ২৫ আইন) ২২ ধারা মতে উক্ত প্রদেশে দ্বিতীয় শ্রেণীর অধীন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

মিঃ [illegible] প্রথম শ্রেণীতে উন্নত হইয়াছেন।

বাবু ব্রজমোহন দত্ত

[illegible] সেন

মৌলবি [illegible] ১৮৬৩ সালের ৯ আইন মতে ঢাকার ডেপুটি কালেক্টরের প্রতিনিধি হইবেন।

২০ অক্টোবর—[illegible], [illegible] প্রথম শ্রেণীর পুলিসের সহকারী অধ্যক্ষ হইবেন।

[illegible] বিচারালয়ে গবর্ণমেন্টের প্রতিনিধি সিনিয়র উকিল বাবু যদুনাথ পণ্ডিত সিনিয়র উকিল হইবেন।

[illegible] বিচারালয়ে গবর্ণমেন্টের প্রতিনিধি জুনিয়র উকিল বাবু [illegible] মুখোপাধ্যায় জুনিয়র উকিল হইবেন।

২১ অক্টোবর—তৃতীয় শ্রেণীর পুলিসের সহকারী অধ্যক্ষ, মি, [illegible] সাহেব, [illegible] হইতে [illegible] বদলি হইবেন।

তৃতীয় শ্রেণীর [illegible] সহকারী অধ্যক্ষ [illegible], [illegible] সাহেব [illegible] হইতে [illegible] বদলি হইবেন।

মেদিনীপুরের ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু [illegible] চট্টোপাধ্যায় বি,এ, এবং বি, এল, বাকরগঞ্জে বদলি হইবেন এবং ফৌজদারি আইনের (১৮৬১ সালের ২৫ আইনের) ২২ ধারা মতে উক্ত প্রদেশে প্রথম শ্রেণীর অধীন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

বাবু [illegible] ঘোষ বাকরগঞ্জে [illegible] [illegible] প্রতিনিধি হইবেন এবং উক্ত প্রদেশে ম্যাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

১৬ অক্টোবর—ঢাকার ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর কে, এইচ, [illegible] [illegible] বিভাগের ভার প্রাপ্ত হইবেন।

ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু [illegible] [illegible] [illegible] হইবেন এবং ফৌজদারি [illegible] সালের ২৫ আইন) ২২ [illegible] ২০ আইনের [illegible] শ্রেণীর [illegible] হইবেন।

প্রেরিত

মহাশয়েষু।

মহাশয়! আপনি [illegible] [illegible] কি [illegible] বিচার [illegible] [illegible] এখানে [illegible]। [illegible] [illegible] ফৌজদারি ও [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] হইয়া ছিলেন [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] টাকার [illegible] হইলেই [illegible]

[illegible]

[illegible]

[illegible] সেই সকল [illegible]

[illegible] করিয়া যে [illegible]

[illegible] সেই [illegible]

[illegible] ছিলেন তাহারাও [illegible]

[illegible] নিবৃত্তি হইতেছে না। [illegible]

[illegible] যেরূপ [illegible] তাহাতে [illegible] যে তাহারা পরিশেষে [illegible] করিয়া ফেলিবে। [illegible]

[illegible] বসিয়া আছে। [illegible]

[illegible] পূর্ব্বে [illegible]

[illegible] মহাশয়কে [illegible]

[illegible] গ্রহণ করিয়া [illegible]

[illegible]

[illegible] পরিত্রাণার্থে [illegible]

[illegible] এপ্রদেশের [illegible]

[illegible] করিয়া রাখিয়াছে [illegible]

[illegible]

[illegible] নিবেদন [illegible]

[illegible] প্রকাশ [illegible]

[illegible] কার্য্য করিয়া [illegible]

[illegible] তাহাতেও [illegible]

[illegible]

[illegible] নিবেদন [illegible]

[illegible]

[illegible] মুদ্রা প্রাপ্তি [illegible]

[illegible]

[illegible] প্রকৃতিবিষয়ে আমাদিগের [illegible] উপস্থিত হইতেছে, যাঁহারা মুন্সেফী [illegible] প্রতিষ্ঠিত [illegible] তাঁহারা কি [illegible] রূপ বেতনে [illegible] তাহা [illegible]

মুন্সেফদিগের শারীরিক ও মানসিক [illegible] বিষ অরই অধিক। যে সকল ব্যক্তি [illegible] হইয়া, কেবল [illegible] নিরীক্ষণ করিয়া, কার্য্য করেন, তাঁহা- [illegible] বিষয়ের ও সত্য কথা আমাদিগের [illegible] ১০ টাকা সময়ে [illegible] উপস্থিত [illegible] পরিশ্রম করে [illegible] করিয়া [illegible] পারেন না, তাঁহাদি- [illegible] এই হইল। ইহারা [illegible] কি না, তাঁহাদিগের মনে সদা এই [illegible] থাকে কোন ক্রমেই চিত্তের পরি- [illegible]

মুন্সেফদিগের এত আম, কিন্তু তাঁহাদি- [illegible] ১৫০ টাকা। মুন্সেফ- [illegible] দুটী শ্রেণী [illegible] বেতন ১০০, [illegible] শ্রেণীর ১৫০ [illegible] পড়িয়াছে, [illegible] ১০০ টাকায় [illegible] কোন [illegible] মুন্সেফদিগের যে বেতন ছিল, [illegible] সেই [illegible] কিন্তু তাঁহাদিগের [illegible] কি [illegible]

[illegible] ও [illegible] বারা ১০০ টাকা [illegible] হয়। তাহার পর [illegible] ৩০ টাকা বেতন স্থির হয়। [illegible] অব্দে মুন্সেফদিগের শ্রেণী বিভাগ হইল। প্রথম শ্রেণীর বেতন ১৫০ টাকা এবং দ্বিতীয় শ্রেণীর ১০০ টাকা নির্দ্ধারিত হইল। প্রায় ৯৯ বৎসর হ- ইল, ঐ পদ স্থির হইয়াছে। এই [illegible] কিন্তু [illegible] মধ্যে ১৫০ টাকার [illegible]। ফলতঃ মুন্সে- ফদিগের [illegible] অনুগ্রহের [illegible] হইয়াছে, [illegible] কোন [illegible] অধিক কথা কি, সম্প্রতি [illegible] যে সমস্ত ছোট আ- দালত স্থাপিত হইয়াছে, তাহার প্রধান [illegible] ১৫০ টাকা বেতন পাইতেছেন; কিন্তু দ্বিতীয় শ্রেণীর মুন্সেফেরা এক [illegible] অধিক পান না। অথচ ইহাদিগের [illegible] আছে। এই বৎসা [illegible] দেখিয়াই ইউরোপীয়েরা মু- ন্সেফি আদালতকে অবজ্ঞা করিয়া থাকে- ন। উপরিস্থ কর্তৃপক্ষ ইহাদিগের বেতন বৃদ্ধির বিষয়ে নিতান্ত উদাসীন হইয়া আ- ছেন, এমনও বলা যাইতে পারে [illegible] ১৮৫৭ অব্দে যখন ৮ আইনের প্রথম প্র- চার হয়, তৎকালে মুন্সেফদিগের ২৫০ টাকা বেতনের এবং ২৫০০ টাকা পর্য্যন্ত মোকদ্দমার বিচার ক্ষমতা হইবার কথা হয়; কিন্তু মুন্সেফদিগের দুরদৃষ্ট ক্রমে ১৮৫৯ অব্দে ৮ আইন বিধিবদ্ধ হইল, তাঁ- হাদিগের বেতন বৃদ্ধি হইল না। অথচ মুন্সেফেরা আর কতকাল এই [illegible] করিয়া থাকিবেন [illegible]

মুন্সেফদিগের [illegible]

...এই করা
...ব্যভিচার
...কের
...য়
...ধি
...বর-
...দা
...র্ব
...র
...বা
...ক-
...ম অ...
...আছে এ
...কাজে, অপার
...। অবে
...ত্র এ-
...সুখিত
...ধরণও
...বিশেষ
...ও ভাবী
...হয় না।
...দিগের
...; হইয়া-
...রাগণ হ-
...বিরক্ত
...ক কালে

বিশুদ্ধ ... ব্যভিচারিণীর ...
দুশ্চারিণীর ... একটি ...
আছে। ... এই সংস্কার
পুত্র পিতৃদায় ও আর তর্পণাদি...
পিতার ...লাভ হয়, অপুত্রক ...
সদ্গতি হয় না কিন্তু সেই পুত্র যদি
তার ঔরস ও ধর্ম পত্নী গর্ভজাত,
তৎকৃত পিণ্ড দানাদি দ্বারা পিতা...
হয় না। অপর, স্ত্রী ব্যভিচার দোষে
দূষিত হইলে তজ্জাত...
বিকলাদি ঘটিবার ...
অবনতি হইবার সম্ভা...
স্ত্রী ও পুরুষ ...
...শালী সবল ও ...
... গুণের অধিকারী ...
... প্রতি যুগের পরী-
... লাভ হইলে তন্-
... উন্নতি লাভ সম্ভাব-
... ক্রমশঃ উন্নতিও
... রিণী হইলে
তাহা... পর
পুরুষ গমন...
হয় জাত পু...
বিকারী হইবার ...
এই রূপ অপকৃষ্ট ...
হইলে জগতের শ্রী হ্রাস হওয়া বিচিত্র ...
ফলতঃ যাহার ব্যভিচার দোষ নিব...
... ধর্মনীতি, ও রীতি ...
...
পুরু...
লো... অতি ...
এ... তা'র ...
হয়...ন অ...
র-জ্ঞাপন করি...
যখন কোন ...
এ পাপের ...
এদেশে ...
এই ... প্রথ-
ব্যভিচারিণীর সঙ্গ ...

... দেখ ... না।
করিতে ...
... অর্থাৎ ...
... দেখ বাহিরে ...
...লোকে ... পতি
...লোকের। ... করিতে ...
...কারী লোক দুই
হয়। ... শব্দের মূল ...
কেহ অনুরোধে ...
বিরুদ্ধ যুক্তির অনুমো...

এস্থলে ইহাও বিবেচনা...
য, বহু বিবাহ এদেশের শাস্ত্র...
কর্ম নয়, এক কুৎসিত কৌলীন্য প্রথা
লোকের ভোগ লালসা হইতেই ইহ প্র-
দুর্ভূত হইয়াছে। এ ... শাস্ত্রের ...
যোগম দূরে থাকুক, ... শাস্ত্র ...
পর্য্য পর্য্যালোচনা ক... ...
প্রমাণ হইবে, ইহা ... শাস্ত্র নি...
বিরুদ্ধ। শাস্ত্রকারেরা ..., সন্তান
জন্মিলে তাহার ... কাল এক
না করিয়া দ্বিতীয় ... বিবাহ করা
...পাদি ... বিবাহে,
... । কা...
... অনুমো
... করি
...
... সক্রম, কিন্তু ...
... দান করিতেন,
... হইত। সক...
... প্রথা পরি...
... হয় নাই। ...
...কার্য্যের কার্য্য করে। ...
... বিবাহ প্রথাকে যা...
...বলিয়া বোধ হইবার ...
... তাহাদিগের দেশাচার ...
... সন্দেহ নাই।

[illegible]

... বিধবা ব্যভিচারিণী হইলে ... এবং ... [illegible] ... তাঁহার ... [illegible]

... ব্যভিচারিণী ... স্ত্রীকে ... গৃহস্থের সাংসারিক ... বিশৃঙ্খলা অথবা বিশৃঙ্খলা ঘটিবে ... [illegible] ... থাকাই ... তাহার ... করিয়া ... পরিবারেরও ... হইয়া যাইতে পারে। ... উত্তর এই, স্ত্রীলোকদিগের ... গৃহ হইলে এবং ... [illegible] ... চরিত্রের অধিকতর দোষ ... সম্ভাবনা কি ...

তবে আমাদিগের আর একটী বক্তব্য ... ব্যভিচারিণী পতি যদি নিজ ... পরিত্যাগ করে, ... কোন উপায় নির্দ্দিষ্ট করা হয় নাই। ... [illegible] ... ব্যভিচার দোষে লিপ্ত হইয়াছিল, ... কি তাহার ভরণ পোষণ ... হইবে? যে স্থলে ... স্ত্রী ব্যভিচারিণী হয়, সে স্থলে ...

[illegible] ... তবে যদি ... অবস্থা ঘটিয়া ... ব্যভিচারিণী যে সময়ে গর্ভবতী হইয়াছে, সেই সময়ে তাহার স্বামী তাহাকে পরিত্যাগ করিল, সে অবস্থায় তাহার উৎপত্তির ... প্রতি পালন ভার ... করিতে হইবে।

এই প্রসঙ্গে বিধবাদিগের বিষয়ও আমাদিগের কিছু বক্তব্য আছে। তাহারা কাহারো পত্নী নয়, এই বিবেচনা করিয়া ব্যবস্থাপকগণ তাহারা ব্যভিচারিণী হইলে সে বিষয়ে ব্যবস্থা করেন নাই। কিন্তু তাহাদিগের ব্যভিচার মূলকও বহুতর অনর্থ আপতিত হইয়া থাকে। আমরা একবার স্বচক্ষে দেখিয়াছি, এক বিধবার ব্যভিচার মূলক এক ব্যক্তির প্রাণহত্যা ও ... ব্যক্তির দ্বীপান্তর বাস হইয়াছে। ... ব্যভিচারিণী বিধবার ... [illegible] ... এবং ... বিবাহের যে ... হইয়াছে, তাহা ... [illegible] ... বিধবাবিবাহ ... [illegible] ... সমাজকে ... [illegible]

[illegible]

দুর্ব্বহ ... [illegible] ... তাহাদিগকে ... [illegible] ... হইবার কারণেই ... [illegible] ... যে এই ... আইনের ... [illegible] ... অদ্যাপি ... [illegible] ... নাই? এমন মোটা কথা যে তাঁহারা বুঝিতে পারেন না, ইহাই বা কিরূপে ... পারি। তবে কি তাঁহারা জানিয়া শুনিয়া ... প্রজার সর্ব্বনাশ করিতেছেন; ... প্রজা ... অধিক ... যে ... [illegible] ... সাহেবের ... [illegible]

[illegible]

বিবিধ সংবাদ।

১১ই কার্ত্তিক সোমবার।

... এর মধ্যে ... ব্যক্তি ... করিয়াছে। সেব্যক্তি যে ... বাটী কোথায়, তাহা নির্ণীত হয় নাই।

বহরমপুর ও নিকাকোলের মধ্যস্থ টেলি গ্রাফ নষ্ট হইয়াছে। ... অনেক স্থানে এপ্রকার ঘটনা হইয়াছে।

লাহোর ক্রনিকেলের একজন পত্রপ্রেরক লেখেন মুলতান হইতে লাহোর পর্য্যন্ত যে রাস্তা আছে, তাহা অদ্যাপিও জলময় রহিয়াছে। শতদ্রু নদীর খালের কি হইল।

এক্ষণে দাক্ষিণাত্যে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতে আরম্ভ হইয়াছে। তথাপি অনেক উপকার দর্শিবে।

... শ্রবণ করিয়াছেন ... বিদ্রোহীরা ... তসিলদারদিগের ... বন্দী হইতেছে।

উক্ত পত্রে ... হইতে সংবাদ পাইয়া ... প্রত্যেক ব্যক্তিকে ... ১০ টাকা দিতে হইবে। যদি এপ্রকার ... হয় তাহা হইলে ... প্রজা ...

[illegible]

হিন্দুপেট্রিয়ট ... ইংরেজ ...

[illegible]

... এত দিবস ... করিয়া ... কালেক্টর ... কমিশনর ...

[illegible]

লাহোরের জজ ... সাহেবের বিচার কার্য্যে অপটুতার বিষয় লিখিত হইয়া ... নামি প্রেরিত পত্র আমাদিগের নিকট প্রেরিত হইয়াছে। পত্রপ্রেরকদিগের ... উক্ত জজ যে সকল মকদ্দমার ... শাব করিতেছেন, ... প্রধান ... কেবল সেই গুলির বিষয় উপরিস্থ ... গোচর করেন, তাহাহইলেই প্রতীকার হইবে।

১২ই কার্ত্তিক মঙ্গলবার।

এক সপ্তাহ পর্য্যন্ত শাহিবের ... রীতিমত গাড়ি চলিবে না। রেইলওয়ে কোম্পানি ... উপর রেইল বসাইয়া ... আরোহিদিগকে লইয়া যাইবার চেষ্টা করিতেছেন। আপাততঃ হাবড়া হইতে ... ভাগলপুর হইতে মুঙ্গের পর্য্যন্ত বাষ্পীয় শকট চলিতেছে।

পূর্ব্ববাঙ্গলার রেইলওয়ে কোম্পানি ... রেইলওয়ে খুলিবেন। ... প্রভৃতি ... বাষ্পীয় শকট ...

... আমাদিগের ... ঢাকার কমিসনর ... সাহেব নিউবোল্ড সাহেবের পরিবর্ত্তে ... সভার একজন ... হইবেন। এই সঙ্গে ... সাহেবকে আনিলে ... জল আবার ... উঠে।

... বোম্বাই ...

[illegible]

[illegible] ৩১৫ টাকা বৃদ্ধি । [illegible] [illegible] প্রতীয় বার প্রত্যেকে ১৫,০০০ করিয়া [illegible] । এস্থলে [illegible] উচিত [illegible] [illegible] ২০,০০০ মাত্র দান করিয়াছেন । [illegible] ৫০০০ টাকা সংগৃহীত হইয়াছে ।

[illegible] একজন লিখিয়াছেন [illegible] নিকটস্থ গ্রাম সমূহে সম্প্রতি ভূমি [illegible] হইয়া গিয়াছে ।

উক্তপত্র বলেন সম্প্রতি এক জন [illegible] [illegible] চিঠি বনুমাতে [illegible] করিয়াছে । অদ্যাপিও ধৃত হয় নাই । [illegible] এবিষয়ে [illegible] নাই ।

[illegible] বলেন তথায় পুনর্ব্বার [illegible] আসিয়া [illegible], করাচি প্রভৃতি স্থ[illegible] বিস্তর শস্য নষ্ট করিয়াছে ।

১৩ই কার্ত্তিক বুধবার ।

টাইমস্ অব ইণ্ডিয়ার [illegible] সং[illegible] এক [illegible] আফিসার [illegible] [illegible] [illegible] প্রার্থনা করিতে [illegible] । তিনি [illegible] কমাণ্ডে [illegible] [illegible] নিকট [illegible] [illegible] কার্য্য [illegible] [illegible] ক্রয় করিবার [illegible] [illegible] [illegible] [illegible] আরম্ভ করিয়াছেন । এক্ষণে তিনি [illegible] [illegible] ক্রয় করেন । [illegible] আত্যন্তিক সুরাপানে তিনি [illegible] জ্ঞান হইয়াছিলেন । [illegible] [illegible] [illegible] পাইবেন ? তাহা হইলে [illegible] পথ [illegible] হইবে ।

ইংলিসম্যানে সর [illegible] [illegible] [illegible] প্রেরিত এক পত্র [illegible] প্রকাশ করিয়াছেন । সর [illegible] [illegible] তিনি [illegible] সভার [illegible] [illegible] [illegible] করিবার পূর্ব্বে তাঁহার মত [illegible] নাই এই হেতু তিনি সভাপতি[illegible] [illegible] । সভা তাঁহার [illegible] [illegible] করিয়াছেন । সর [illegible] [illegible] ছিল ।

[illegible] বলেন, তথায় সম্প্রতি [illegible] [illegible] [illegible]

[illegible] টাকার সুরাপান [illegible] [illegible] পর [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] করিয়াছেন । সকল [illegible] [illegible] গোলযোগ করিতেছেন, [illegible] [illegible] কেন ।

[illegible] কেন বলেন, সম্প্রতি [illegible] দলের এক জন সৈনিক [illegible] [illegible] করে । তাহার নিকট [illegible] মোহর ছিল, পথে কোন ব্যক্তি তাহাকে বধ করিয়া [illegible] [illegible] হইয়াছে । [illegible] অদ্যাপিও ঠিক আছে ।

টেলিগ্রাফে সংবাদ আসিয়াছে সভাপতি [illegible] [illegible] যাবতীয় [illegible] স্বাধীনতা দিবার এক ঘোষণা পত্র প্রকাশ করিয়াছেন । বিদ্রোহীরা এক্ষণে পুনর্ব্বার পরাজিত হইতেছে ।

১৪ই কার্ত্তিক বৃহস্পতিবার ।

[illegible] বলেন সম্প্রতি [illegible] জলমগ্ন হইয়া প্রায় ১৫০০ [illegible] ও বিস্তর নৌকা জলমগ্ন হইয়াছে । এবং সহরে অনেক [illegible] [illegible] হইল ।

আমরা আহ্লাদিত হইলাম [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] করিবার প্রস্তাব করিয়াছেন ।

[illegible] নিকটে [illegible] [illegible] [illegible] [illegible] বধ করিবার আজ্ঞা হইয়াছে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ? [illegible] [illegible] [illegible] [illegible] আছেন ?

[illegible] [illegible] দ্বিতীয় [illegible] ও তৃতীয় [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ও [illegible] [illegible]

[illegible] কোন [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] পারিতেছে না ।

গবর্ণমেণ্ট আজ্ঞা দিয়াছেন এক ব্যক্তি [illegible] [illegible] অধিক [illegible] ভূমি ক্রয় করিতে পারি[illegible] বেন, কিন্তু প্রতি [illegible] ৮২৫০ বিঘার অধিক [illegible] হইবে না । [illegible] দেখা যাইতেছে গবর্ণমেণ্ট [illegible] [illegible] [illegible] আজ্ঞা [illegible] করিতেছে[illegible], কিন্তু [illegible] [illegible] [illegible] [illegible] ভূমি ক্রয় করিতেছেন [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ।

[illegible] [illegible] সম্পাদক [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] । [illegible] [illegible] [illegible] ।

[illegible] [illegible] [illegible] [illegible] সম্প্রতি [illegible] [illegible] প্রাণ বধ করিয়াছে । [illegible] কি [illegible] গবর্ণমেণ্টের [illegible] [illegible] করে না ।

[illegible] বলেন, গবর্ণমেণ্ট [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] টাকা [illegible] গবর্ণমেণ্ট ২২০০০ টাকা [illegible] [illegible] টাকা [illegible] [illegible] ।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

আবেদন করিয়াছিলেন। ইংরাজের আক- [illegible] টাকা লইয়া তাহা কি কখন ফিরাইয়া [illegible]ছেন?

কলিকাতার বাণিজ্য দ্রব্য জাহাজ হইতে [illegible]হিবার জন্য কয়েকটী জেটী হইতেছে। ত- [illegible] এক কোম্পানি করিবেন।

১লা নবেম্বর শনিবার অবধি নূতন টাকা [illegible] হইবে।

"বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টর স্কট স্মিথ সাহেব [illegible] ইংলণ্ডে গমন করাতে মেডলকট [illegible] তাঁহার প্রতিনিধি হইয়াছেন।

[illegible] সংবাদ পত্রে দৃষ্ট হইল, [illegible] মার্কেটের এক সভা হইয়া স্থির হইয়া- [illegible] নামানা দাম শুল্ক করিয়া তন্মধ্যে বস্ত্র প্রভৃতি [illegible] পারে। শিল্প প্রদর্শনী সভায় এ দি- [illegible] দর্শ [illegible] প্রাপ্ত এক জন [illegible] পাটিয়ালা উত্তম বস্ত্র প্রস্তুত করিয়াছেন, [illegible] সুন্দর কার্য্য করিতে পারে তাহা [illegible] বাঙ্গলায় বাণিজ্য এক চেষ্টা [illegible] সন্দেহ নাই।

১৪ই কার্ত্তিক শুক্রবার।

কলিকাতার কবর্ণর বর্ণী সাহেব পুলিশের [illegible] মাজিষ্ট্রেট হইবেন। [illegible] সাহেব [illegible] টাকা বেতনে প্রথম মাজিষ্ট্রেট হইবেন। [illegible] যত দিন সুন্দর সাহেব দীর্ঘ পদ পূর্ণ [illegible] না করিতেছেন তত দিন তিনি ছোট [illegible] থাকিবেন।

[illegible] সাহেবের নিয়ম সমুদ্রদিগের জন্য যে [illegible] হইতেছে [illegible] এক্ষণে তাহার অধ্যক্ষতা [illegible] এই সময়ে আপনাদিগের [illegible] প্রধানে ত্রুটি না করেন, [illegible] আমাদিগের অনুরোধ।

আমরা শুনিয়া দুঃখিত হইলাম সিবিল [illegible] কালেজ উঠিয়া যাইতেছে। কালে- [illegible] পরিবর্ত্তে প্রেসিডেন্সি কালেজে আইনের [illegible] একটী [illegible] হইবে। একটী কালে- [illegible] কার্য হইত, এই স্থানে কি তাহা হই- [illegible] আছে? অপর ঐ ক্লাশটী প্রেসি[illegible] কার্য্যের কোন পদে বসিবে?

ইণ্ডিয়ান এম্পায়ার সম্পাদক লিখিয়াছেন [illegible] কমিসনর [illegible] সাহেব বঙ্গদেশীয় [illegible] সভায় [illegible] বলিয়া যে ক্ষমতা [illegible] তাহা অদ্ভুত। বঙ্গদেশের [illegible] ভাল [illegible] বক্তা।

[illegible] মহারাণী ভিক্টোরিয়া [illegible] সাহেবের পুত্রের জন্য প্রার্থনা করিয়াছেন।

[illegible] জনরব হইয়াছে আহা মিথ্যা। আ- [illegible] তাহা অনুমান করিয়াছিলাম।

উক্ত পত্র ভারতবর্ষীয় সভা ও তাঁহাদিগের শাখা সভা এবং বিশিষ্টদিগকে প্রধান সেনাপ- তির এক আজ্ঞার প্রতিবাদ করিতে অনুরোধ করিয়াছেন। এই আজ্ঞার মর্ম্ম এই যাহারা সি- বিলের (কান্টোন মেন্টের) মধ্যে বাস করিবেন তাঁহারা যদি ক্যাম্প নিয়মের বিরুদ্ধ কার্য্য করে ন, কান্টোনমেন্ট মাজিষ্ট্রেট তাঁহাদিগের ৫০ টাকা জরিমানা, ও তাহার পরিবর্ত্তে ৬০ দিনের মেয়াদ দিতে পারিবেন। যে সকল ব্যক্তি সৈন্যাবর্ত্ত মধ্যে, এরূপ এজেন্টের ও কিরিঙ্গি- দিগের উপরে ঐ আইনটী বর্ত্তিবে। মন্ত্র দিউ রোজ ক্রমশঃ ভয়ঙ্কর মূর্ত্তি ধারণ করিতেছেন। আশু এই আজ্ঞা রহিত করিবার চেষ্টা করা কর্ত্তব্য।

টাইমস অব ইণ্ডিয়া বলেন মিস্ মিড যখন ইংলণ্ডে গমন করেন, তখন সর জেমসেটজি জি জি ভাই তাঁহাকে ১৫০০০ টাকা দিয়াছেন।

১৫ই কার্ত্তিক শনিবার।

কোর্ট উইলিয়ম দুর্গে সাহেব আমোদ [illegible] হইতেছে। তথা হইতে [illegible] আলিপুরের বেলবিডিয়ার বাটীতে যাইবে।

কলিকাতায় দিল্লী ব্যাঙ্কের একটী শাখা হই- য়াছে। এই ব্যাঙ্কটীর ক্রমশঃ শ্রীবৃদ্ধি হইতেছে।

লেপ্টেনেন্ট মাকনেয়ারের (যিনি কয়েকবার রুদ্ধ অবস্থায় থাকিয়া পলায়ন করেন) সামরিক বিচারালয়ে শরুতির আজ্ঞা হইয়াছে। লোকে বলে ক্রমশঃ [illegible] ভাবের মতো হইতে লাগিল।

দক্ষিণ [illegible] বলেন রাজ [illegible] সাবু- [illegible] বিদ্রোহী হওয়াতে তাহার বিরুদ্ধে এক দল সেনা প্রেরিত হইবে। এই রাজা উদয় পুরের রাজার অধীনস্থ। ইনি [illegible] সহিত এক পরামর্শ হইয়া বিদ্রোহী হইয়াছেন

হরকরা বলেন শাইবের সেতু পুনর্ব্বার নি- র্ম্মিত হইয়াছে। ইহা এক্ষণে [illegible] হইয়াছে। ক্রমশঃ উৎকৃষ্ট হইবে।

উক্ত পত্র বলেন তাইনা [illegible] আন্দোলন অনুসারে সর [illegible] ওয়েলস হত্যাকারী [illegible] হিলিসকে কলিকাতায় আনিতে আজ্ঞা দিয়াছে- ন। কসাইটোলায় [illegible] [illegible] বক্তা [illegible]

মান্দ্রাজ টাইমস বলেন, তিবাঙ্কুরের রাজা মাকেঞ্জির সমুদ্রদিগের সহায়তার জন্য ৫০০০ টাকা প্রদান করিয়াছেন।

নিম্ন লিখিত মূল্যে [illegible] বিক্রীত হইতেছে।

৪ টাকার সিক্কা	[illegible]
৪ টাকার কোম্পানির	[illegible]
৫ টাকার সিক্কা	১০৪ [illegible]
৫ টাকার কোম্পানির	১১৫ [illegible]

দেশীয় সমাচার।

রোমের বিষয়ে যে সকল সম্বাদ [illegible] কাশিত হইয়াছে তাহা অতি [illegible] বিতর্ক হইতেছে। এক্ষণে [illegible] গর্ব্বিত রোমে করাসী [illegible] অধিকার করিয়াছেন। [illegible] টোবানির রাজা [illegible] পক্ষে কথা কহিবেন। ইংরাজেরা [illegible] প্রতি সাহায্য [illegible] পর যারা ইংরাজ [illegible] করিয়াছেন, [illegible] দুই জন [illegible] ইংলণ্ডেশ্বরীর [illegible] দ্বারা ক্রমশঃ বিষয়ে [illegible]

[illegible] ২৬এ সেপ্টেম্বর [illegible] সন এক ঘোষণা পত্র দ্বারা [illegible] ১লা অক্টোবর অবধি [illegible] শের [illegible] স্বাধীন হইবে, ১০ই [illegible] শাসন করিয়া এই ঘোষণা পত্রে [illegible] করিয়াছেন। [illegible] বিবিধ [illegible] রহিত করিয়াছেন। [illegible] গবর্ণমেন্ট আর ৫ লক্ষ [illegible] রাজা ছিলেন। [illegible] নবীন উত্তর পার্শ্বে অবস্থিতি [illegible] কোন যুদ্ধ হয় নাই। [illegible] টেস সেনারা [illegible] যে অবস্থিতি করিবে। [illegible] হইয়াছে

[illegible] সাহেব [illegible] এক [illegible] লাতীন [illegible] দক্ষিণ [illegible] অবশ্যই আপনাদিগের [illegible] দিবেন।

[illegible] ইংলণ্ডে [illegible] সহিত [illegible] রাজার [illegible] হইয়াছে। [illegible] রাজা ও [illegible] না পারিয়া বিরক্ত হইয়া [illegible] দিয়াছেন। এবং অনন্তর তিনি আর [illegible] করিবেন না। [illegible] পরিবর্ত্ত হইতেছে।

গবর্ণমেন্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাকে ছোট লেপ্টেনন্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

১৮ ই সেপ্টেম্বর—মৌলবি আবদুল জিম আলি কাবুলিকে দেওয়ানী আদালতের চিফ জজের কার্য্য প্রাপ্ত হইবেন।

২২এ অক্টোবর—ই, টি, ট্রেবর সাহেব রেবেনিউ বোর্ডের এক জন প্রতিনিধি সভ্য হইবেন।

জে, এ, ক্রফোর্ড সাহেব কলিকাতার প্রতিনিধি পুলিস কার্য্যে স্থ হইবেন।

এ, ডি কে আর সাহেব ইষ্টাম্প ও ষ্টেসনরির সুপরিন্টেণ্ডেণ্ট হইবেন।

বাখরগঞ্জের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর জেমস্ হান্স মিউস সাহেব ২৪ পরগণায় বদলী হইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

২২এ অক্টোবর। ত্রিপুরার নিম্ন লিখিত কর্ম্মচারীরা ১৮৩৪ অব্দের ৯ আইনের ৬ ধারা ১৮৬৯ অব্দের ১০ আইন ও ১৮৩৮ অব্দের ২৯ আইনের অনুসারে নিমক চৌকির খুন ডকেটের বিচার সম্বন্ধীয় ক্ষমতা পাইবেন।

আর, এল, মাঙ্গেলস, মাজিষ্ট্রেট। জে, অবলিভ, ষ্টুয়ার্ট, প্রতিনিধি জাইণ্ট মাজিষ্ট্রেট। সৈয়দ গোলাম হোসেন ডেপুটি মাজিষ্ট্রেট।

২৫এ অক্টোবর-আর, ডি আর্ল্মস সাহেব সিভিলিয়ন ময়মনসিংহের ভার প্রাপ্ত হইয়া, তাঁহার নিজ ক্ষমতা ব্যতিরিক্ত ১৮৫৪ অব্দের ১০ আইনের ১ ধারানুসারে ক্ষমতা পাইবেন। তাঁহার সাহেব আরও ফৌজদারি আইনের ৩৮ ধারানুসারে সেশিয়ন্ ও প্রধানতম বিচারালয়ে অর্পণ করিবার মোকদ্দমার প্রথম বিচার করিবেন।

শাহাবাদের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর পি পি কার্ট্টার পূর্ণিয়ায় বদলী হইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

২৫এ অক্টোবর—ডবলিউ পি টেলর ময়মনসিংহের সেটেলমেণ্ট কমিস্যনর মেম্বর হইবেন।

বীরভূমের নিম্ন লিখিত মুনসেফেরা বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভার ১৮৬২ অব্দের ৬ আইন অনুসারে ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইবেন;

বাবু রাখালদাস সেন	আমদাড়া
" কেদারেশ্বর বসু	গোপালপুর
" বিমলানাথ চট্টোপাধ্যায়	কান্দিরা
" তারাপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়	বি, এ, বি, এল

২৪এ অক্টোবর ময়মনসিংহের প্রতিনিধি ডেপুটি কালেক্টর বাবু মহেশচন্দ্র সেন ফৌজদারি আইনের ২২ ধারানুসারে প্রথম শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

ময়মনসিংহের প্রতিনিধি ডেপুটি কালেক্টর বাবু প্রিয়নাথ বসু ১৮৪৩ অব্দের ১৫ আইন অনুসারে ডেপুটি মাজিষ্ট্রেট হইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণির অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

বাবু দ্বিজনাথ বসু [illegible] সহকারীর পদে নিযুক্ত হইবেন।

পত্রপ্রেরকের প্রতি।

আমরা শ্রীযুক্ত বৈকুণ্ঠনাথ সান্যালের পত্র প্রকাশ করিতে পারিলাম না। তাহার কারণ এই, আমরা প্রতিজ্ঞা করিয়াছি, সোমপ্রকাশের প্রতিকূল হউক, আর অনুকূল হউক, কোন পত্র সোমপ্রকাশে প্রকাশ করিব না।

পাঠকরা " " এতৎ আক্ষরিত পত্রে নাম ধাম না থাকাতে প্রকাশ করা গেল না।

সাঁতরাগাছীর কর্ত্তা আপনার বক্তব্য অগ্রে কর্ত্তার গোচর করুন, তাহাতে যদি কর্ম্ম না হয়, তখন সংবাদপত্রে প্রকাশ করিবেন।

দর্শকের পত্রে কোন নূতন কথা নাই।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু।

কিয়ৎ কাল হইল আমি পাবনায় গিয়াছিলাম। তথায় গিয়া দেখিলাম, আমাদিগের পরম বান্ধব দেশহিতৈষী শ্রীযুক্ত বাবু কৃষ্ণচন্দ্র শর্ম্মা মহোদয় নিজ বাটীতে ও বন্ধুদিগের সংস্কারে একটী বালিকা বিদ্যালয় সংস্থাপন করিয়াছেন। এই বিদ্যালয়ে বালিকারা যথানিয়মে শিক্ষা প্রাপ্ত হইতেছে। এক্ষণ পর্য্যন্ত বিদ্যালয়ের ঘর প্রস্তুত হয় নাই, তাঁহার বাটীতেই বালিকাগণ বিদ্যাভ্যাস করিতেছে। উল্লিখিত বাবুর স্ত্রী শ্রীমতী, সরল মনে, বামাসুন্দরী আদর শিক্ষা প্রদান করিতেছেন। দিন দিন বিদ্যাচর্চ্চা ও বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি হইতেছে। অল্প কাল মধ্যে বালিকার সংখ্যাও ২৫ টী হইয়াছে। এই পাবনা নগরে অনেক ধনবান ব্যক্তি আছেন বটে কিন্তু কি আক্ষেপ তাঁহারদিগের মধ্যে অনেকেই স্বদেশের উন্নতির চেষ্টা করা দূরে থাকুক, যাহাতে এইরূপ সৎকর্ম্ম সাধারণের কল্যাণকর অনুষ্ঠান অঙ্কুরিত হইতে না পারে, তাহারই যত্ন পাইতেছেন। শ্রীযুক্ত বাবু লোকনাথ মৈত্র মহাশয়ও উক্ত বিদ্যালয়ের উন্নতির চেষ্টা ও ঐকান্তিক যত্নবান আছেন। অধিকন্ত ইহার স্থায়িত্বের নিমিত্ত তিনি অনল্প সংখ্যক মুদ্রা প্রদানে সম্মত হইয়াছেন। তাঁহার স্ত্রীও বালিকাগণের শিক্ষা প্রদান পক্ষে পরম গুণবতী শ্রীমতী বামাসুন্দরীকে বিশেষ সাহায্য করিতেছেন।

পাবনায় বাঙ্গলা বিদ্যালয়টী সম্প্রতি অত্যন্ত দুরবস্থায় পতিত হইয়াছে। এই বিদ্যালয়টী প্রথমতঃ বাবু শ্রীমন্দির সেনের (যিনি পূর্ব্বে এই পাবনা জিলার সবইনস্পেক্টরি পদে অভিষিক্ত ছিলেন) যত্নে সংস্থাপিত হয়। তিনি এই স্থান পরিত্যাগ করিলে বিদ্যালয়টী উত্তরোত্তর দুর্দশা প্রাপ্ত হইতেছিল। অধুনা শ্রীযুক্ত হরিশ বাবুর সমাগমে, আমরা উহার উন্নতি প্রত্যাশা করিতেছি। হরিশ বাবু এই বিদ্যালয়ের পুনরুন্নতির জন্য অশেষবিধ যত্ন পাইতেছেন, অধিকন্তু এই বিদ্যালয়ে বালকগণ প্রত্যহ ইংরেজীতেও শিক্ষাপ্রাপ্ত হইবেন। এই সদনুষ্ঠান সুসিদ্ধ করিবার অভিপ্রায়ে সম্প্রতি এক সভা হইয়াছিল, তাহাতে অনেকেই এই সাধারণের হিতকর প্রস্তাবে সম্মতি প্রকাশ করিয়াছেন। এইক্ষণে আমরা জগদীশ্বর সমীপে ঐকান্তিক ভাবে প্রার্থনা করিতেছি উল্লিখিত বাবু প্রস্তাবিত সদনুষ্ঠানে কৃতকার্য্য হউন। অপিচ উল্লিখিত বাবু এইস্থানে একটী মুদ্রা যন্ত্রালয় সংস্থাপনে কৃতসংকল্প হইয়াছেন। এস্থান নিবাসী শ্রীযুক্ত বাবু রাজসুন্দর রায় মহাশয় ঐ যন্ত্রালয়ের ও সংবাদপত্রের অধ্যক্ষতার কার্য্য নির্ব্বাহ করিবেন। এই যন্ত্রালয়ের কার্য্য নির্ব্বাহ জন্য শ্রীযুক্ত বাবু হরিশ্চন্দ্র শর্ম্মা, শ্রীযুক্ত বাবু ব্রজচন্দ্র সরকার, শ্রীযুক্ত বাবু রাজমণ চাকী ও শ্রীযুক্ত বাবু [illegible] সাহায্য মহোদয় অনুষ্ঠাতৃগণের প্রতিভূতে [illegible] ৩০০০, টাকা মূলধন সংগৃহীত হইয়াছে। [illegible] পাবনা নগরে যে এইসকল সৎকার্য্যের অনুষ্ঠান হইবেক, ইহা কেহ স্বপ্নেও অনুভব করে নাই।

নিঃ শ্রীপ্রসন্ন কুমার সিং[illegible]

সাং   দোগাছী

মূল্যপ্রাপ্তি

শ্রীযুক্ত বাবু ভগবান চন্দ্র ভৌমিক কবির

১২৭৯ অগ্রাহয়ণ হইতে বৈশাখ পর্য্যন্ত কো[illegible]

হাডিসন সাহেব বাকী পুর কো

" ডিপুটী মাজিষ্ট্রেট রাজসাহী কো

" শিবচন্দ্র মুখোপাধ্যায়   [illegible]

১২৭৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত কো

" রাজা ভগীরথ সহেক বাহাদুর   কটক

১২৭৯ আশ্বিন হইতে ৭০ ভাদ্র কো

এই পত্র কলিকাতার পূর্ব্ব দক্ষিণ [illegible] বাড়ুইপুর চৌমাথার দক্ষিণ চাঙ্গড়িপোতা [illegible] বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার প্রকাশিত [illegible]

সোমপ্রকাশ

প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতাং মহীয়তাম্।

ভাগ । [illegible] সংখ্যা । সন ১২৭৯ । ৭ আশ্বিন । ইং ১৮৭২ । ২২ সেপ্টেম্বর । মাসিক মূল্য ১ টাকা । বার্ষিক অগ্রিম ১০ টাকা

[illegible] !

সোমপ্রকাশ [illegible]

[illegible]

[illegible] ভিন্ন [illegible] পাওয়া যায় না। [illegible] [illegible] নিরাপত্ত [illegible] [illegible] [illegible] কোন [illegible] সোমপ্রকাশ গ্রহণের ইচ্ছা [illegible], চিঠি, অগ্রিম মূল্য [illegible] পাঠাইলেই [illegible] পারিবেন।

বিজ্ঞাপন।

[illegible] মহর।

[illegible] মেয়র ও [illegible] [illegible] [illegible], যাঁহারা ফটোগ্রাফিতে আপনাদিগের স্ত্রী ও বন্ধুদিগের প্রতিমূর্ত্তি করিবার ইচ্ছা করেন, তাঁহারা তাহাকে সংবাদ দিলে [illegible] উৎকৃষ্ট ও সুন্দররূপে তাহা করিয়া দিবেন। ৯৫ কলেজ (কালীগিরজার) পূর্ব্ব [illegible] তাঁহার কার্য্যালয়, তথায় [illegible] করিলে সবিশেষ জানিতে পারিবেন।

বিজ্ঞাপন।

আমার কৃত কবীরাধিপতি [illegible] পিটবের [illegible] পুস্তকের স্বত্ব আমি বিক্রয় [illegible] আছি। এই পুস্তকের প্রথম [illegible] ১০০০ খণ্ডের মধ্যে ৫০ খণ্ড মাত্র [illegible] রহিয়াছে। ইহা কলিকাতায় [illegible] ও মফস্বলের নানা বিদ্যালয়ে ব্যবহৃত [illegible]। [illegible]

[illegible] জন্য [illegible]

[illegible] [illegible] আমি [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] বন্দ্যোপাধ্যায়

[illegible]

বিজ্ঞাপন।

নিউ ইণ্ডিয়ান লাইব্রেরি

৮৩ নং কালেজ ষ্ট্রীট।

[illegible] উপাধ্যায় শ্রীযুক্ত আনন্দ চন্দ্র বেদান্তবাগীশ [illegible] [illegible] গ্রন্থ সমূদয় বিক্রয়ের ভার আমাদিগের উপর অর্পণ করিয়াছেন অতএব গ্রাহকগণ [illegible] গ্রন্থ সকল আমাদিগের নিকট তত্ত্ব করিলে পাইতে পারিবেন ইতি।

প্রকাশিত পুস্তকের নাম

[illegible] তৃতীয়বার মুদ্রিত	
[illegible] দ্বিতীয়বার মুদ্রিত	২
শ্রীমদ্ভগবদ্গীতা মূলটীকা ও ভাষ্য	৭
[illegible] নিরূপণ প্রভৃতি	॥০
বেদান্তের অধিকরণ প্রতি সংখ্যা	।০
মহাভারতীয় [illegible]	।০
ছয় উপনিষদ	১।০
[illegible]	[illegible]

[illegible] শারীরিক সূত্রের প্রথম পাদ ১ [illegible]

বিজ্ঞাপন।

[illegible]।

আমরা মধ্যে মধ্যে শুনিতে পাই কলিকাতা, ভবানীপুর প্রভৃতি স্থানের গ্রাহকগণ [illegible] কাগজ পান না, সরকারেরা [illegible] না করে। অতএব তাঁহাদিগকে জানান যাইতেছে, যিনি কাগজ না পাইবেন, তিনি [illegible] আমাদিগকে জানাইবেন। সম্পাদকের নামে কলিকাতা সংস্কৃত কালেজ ঠিকানা দিয়া চিঠি পাঠাইলেই আমরা পাইব।

বিজ্ঞাপন।

[illegible] ও বাং ও ইংরেজী অর্থের সহিত বাঙ্গালী [illegible] পুস্তক চলিত [illegible] অচলিত কথার বৃহৎ [illegible] ৩১ পৃষ্ঠে মুদ্রিত হইয়াছে, ইহা [illegible] ইংরেজী ছাত্রগণের পক্ষে অধিক ব্যবহার্য্য, মূল্য ।৶০ ছয় আনা মাত্র। কলিকাতা নিউ ইণ্ডিয়ান লাইব্রেরি কালেজ ষ্ট্রীট ৮৩ নং ভবনে কিম্বা আমড়াতলা [illegible] ১২ নং ভবনে অথবা নিয়মানে [illegible] মূল্য প্রেরণ করিলে সত্বর পুস্তক প্রাপ্ত হইবেন।

শ্রীন [illegible] নাথ

সাং [illegible] ঘোপ, জেলা

যশোহর

বিজ্ঞাপন।

আমাদি [illegible]

[illegible] কলিকাতা [illegible]
[illegible] পরীক্ষা [illegible]
। সম্প্রতি [illegible] ছাত্রবৃত্তি [illegible]
[illegible] টা খালি হইবারও সম্ভাবনা [illegible]
হারা হস্তিপ্রাহিছাত্ররূপে [illegible]
পাইয়াও তথায় পাঠ করিতে [illegible]
রেন তাঁহারা উক্ত ভিন [illegible]
টিকার সময় কলিকাত [illegible]
র রোডের [illegible]
ন। যাঁহাদিগের বয়ঃক্রম [illegible]
হারা বিদ্যালয়ে [illegible]
। যদি কেহ [illegible]
ক কোন প্রশংসা [illegible] থাকেন তবে
হা লইয়া আসিবেন [illegible]
কলের পরীক্ষা [illegible]

্যাকরণ [illegible]
ক্ত লিখন
ভূগোল সম্বন্ধ [illegible] মানচিত্র লিখন।
[illegible] ইতিহাস প্রথম ও দ্বিতীয়ভাগ।
[illegible] বহুরাশিক ও সামান্য ভগ্নাংশ পাটী।

জে, জি মেডিকট
বাঙ্গালার মধ্য বিভাগের স্কুল ইনস্পেক্টর
[illegible]ই সেপ্টেম্বর
[illegible] ১৮৬২ সাল

—o—

[illegible] লাইব্রেরি
[illegible] কলেজ ষ্ট্রীট।
[illegible]

শ্রীযুক্ত বাবু [illegible] মহা
[illegible] গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুর [illegible]
[illegible] বৈষ্ণব ধর্মের [illegible]
[illegible] গোস্বামী [illegible]
[illegible] পাপগুণলন [illegible]
[illegible] পুস্তক বিক্রয়ার্থে [illegible]
[illegible] অর্পণ করিয়াছেন। [illegible]
[illegible] পাঠ করিয়া দেখিলাম [illegible]
[illegible] অবিকল লিখিয়াছেন [illegible]
[illegible] হ্রাস বৃদ্ধি করেন [illegible]
[illegible] অভিমধুর হইয়াছে [illegible]
[illegible] ধর্মজিজ্ঞাসু ব্যক্তির [illegible]
[illegible] বৈষ্ণবধর্মাবলম্বি [illegible]

[illegible] উচিত বোধেতে [illegible] অনেকেই [illegible] পুস্তকের মূল্য [illegible]

সোমপ্রকাশ।

৭ই আশ্বিন সোমবার।

দুই সপ্তাহ সোমপ্রকাশ বন্ধ।

সোমপ্রকাশ গ্রাহকগণের [illegible] হইয়া কেবল যে দিন [illegible] তেছে এরূপ নহে, অনেকের [illegible] অনেকের প্রীতির, অনেকের [illegible] অনেকের ভক্তির আস্পদ হইয়াছে। [illegible] খানে এত উৎসাহ, যেখানে [illegible] প্রশ্রয় বৃদ্ধি হওয়া [illegible]। সোমপ্রকাশ এইরূপ প্রশ্রয় পাইয়া আপনার জন্মকালীন স্বত্ব ও অধিকার [illegible] উৎসুক হইয়াছে। সে অধিকার এই— সোমপ্রকাশ দুর্গোৎসবের সময়ে দুই সপ্তাহ গ্রাহকগণের নিকট হইতে বিদায় লইয়া আসিতেছে। এখনকার দিন সকলেই আপন আপন বিনষ্ট স্বত্ব ও অধিকারের উদ্ধার এবং বিদ্যমান স্বত্ব ও অধিকার রক্ষার চেষ্টায় প্রযত্নবান হইয়াছেন, এখন যে সোমপ্রকাশ আপনার স্বত্ব পরিত্যাগ করিবে, সম্ভাবিত নহে। ইহা সেই স্বত্ব ও অধিকার রক্ষার্থী হইয়া বিনয় পূর্ব্বক গ্রাহকগণকে জানাইতেছে, তাঁহাদিগের সহিত দুই সপ্তাহ আর ইহার সন্দর্শন হইবে না।

—•—

[illegible]প্রাণীর স্বত্ব [illegible]।

যাঁহার যেমন ক্ষমতা, যেমন পদ, যেমন সম্ভ্রম ও যেমন বুদ্ধি, তিনি অত্যাচারী হইলে অত্যাচার সেই পরিমাণে [illegible] ও বৃহৎ হইয়া থাকে। এই কারণেই জগতে সামান্য ও অসামান্য ভেদে নানাবিধ অত্যাচার নয়ন গোচর হয়, জগতে ধর্মনীতির তাদৃশ প্রাদুর্ভাব ও শাসন প্রণালীর উৎকর্ষ না থাকাতে অ[illegible]

ভারতবর্ষে অত্যাচার[illegible] বৃদ্ধি [illegible]। যখন [illegible] দিগের সম্বন্ধে [illegible] তৎকালে কেবল একজাতীয় অত্যাচার দৃষ্টিগোচর হইত। বিদেশীয়দিগের এদেশে প্রবেশ লাভের পর অবধি স্বজাতীয় বিজাতীয় [illegible] বিধ অত্যাচার আরম্ভ হইয়াছে। [illegible] আর দুর্ব্বলেরা [illegible] পারে।

আমরা উপরে স্বদেশীয় ও বিদেশ উভয়বিধ অত্যাচারের [illegible] করিয়াছি, কিন্তু বিদেশীয়দিগের অত্যাচার [illegible] ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে। [illegible] প্রতীকার হয় না। প্রতীকার হইবার [illegible] মহান্ প্রতিবন্ধক আছে। এক, [illegible] অত্যাচার করিলে তাহাদিগের [illegible] বিষয়ে তৎসজাতীয় বিচার[illegible] স্ফূর্ত্তি পায় না। দ্বিতীয়, [illegible] যে সকল ব্যক্তি বিচার[illegible] অধিষ্ঠিত আছেন, [illegible] অগ্রে সাহেবের মকদ্দমা উপস্থিত [illegible] প্রায় তাহার পরাজয় হয় না। রেলওয়ে প্রভৃতি ইউরোপীয় কর্মচারীরা ইহার উদাহরণ স্থল। আমরা অনেক বার শ্রবণ করিয়াছি রেলওয়ে সাহেবেরা এদেশীয়দিগের [illegible] তি যাহার পর নাই অত্যাচার করিয়াছে[illegible] কিন্তু অভিযুক্ত হইয়া আদালতে উপস্থিত হইবামাত্র অমনি অব্যাহতি পাইয়াছেন। কখন কখন এমন ঘটনাও হয়, যাহার উপর সাহেব অত্যাচার করিলেন তাহার [illegible] র হওয়া দূরে থাকুক তাহাকে আবার [illegible] দালতের দণ্ড লইতে হয়। সেই [illegible] কালে ধর্ম ও ন্যায়পরতা প্রভৃতি [illegible] কর্ত্তাকে পরিত্যাগ করিয়া দূরে [illegible] রে। এইরূপ ব্যবহারের একটি কারণ আছে এদেশীয় বিচারকেরা সাহেবদিগকে [illegible] সাহেবেরা [illegible] নিকটে [illegible]

ক জনের প্রতি অন্যায় করিলে অধর্ম্ম হই[illegible] র তথের তিতিক্ষার সম্ভাবনা। কি ? সম্পূলক এই প্রস্তাবটি উপস্থিত হইয়াছে, স্থানান্তরে প্রকটিত প্রেরিত পত্রে তাহা দর্শন করিবেন। পত্রপ্রেরকের নিকট হইতে যে টাকাগুলির পয়সা লওয়া হইয়াছে, ইহা সামান্য কৌতুকাবহ অত্যাচার নহে। এক্ষণে আমাদিগের জিজ্ঞাস্য এই, এ পয়সা গুলি কোথায় যায়? না জমিদার?

মফস্বলের আদালতে যে রূপে কাজ হয়।

আজি আমরা মফস্বলের জজ, মাজিষ্ট্রেট ও ডেপুটি মাজিষ্ট্রেট প্রভৃতিকে নিম্ন লিখিত বিষয় গুলি উপহার দিলাম।

১। সাক্ষির হাজিরার জরুণ নাজীর দুই [illegible] দুই টাকা ও আসামীর হাজিরার জরুণ ॥০ আনা লন।

২। আসামীর জামীন দিবার অনুমতি হইলে তাহার নিকট হইতে নাজীর শতকরা ২০ টাকা লইয়া থাকেন।

৩। দরখাস্তের নকল লইতে গেলে পেস্কার ॥০ আনা লন।

৪। এজেহার দিতে গেলে ॥০ আনা দিতে হয়।

৫। দলিল ফেরত লইতে গেলে পেস্কার টাকা না লইয়া ফিরাইয়া দেন না।

৬। পেস্কারের বেয়ার জমা দিতে গেলে এক আনা অধিক দিতে হয়।

৭। মোক্তারেরা ওকালতি করিতে হইলে পেস্কার ॥০ আনা লইয়া থাকেন।

৮। কাগজের নকল লইতে গেলে পেস্কার প্রতি নকলে কি [illegible] অধিক ১ টাকা লইয়া থাকেন।

৯। যাহারা সাক্ষীর জবান বন্দী লয়, তাহারা প্রতি সাক্ষির নিকট হইতে ।৵ আনা করিয়া লয়।

১০। পেস্কারেরা কিছু লইবার আশয়ে [illegible] লোককে অনুযোগী করে।

আমরা [illegible] উপহার দিলাম, যে [illegible] জজ মাজিষ্ট্রেট ও ডেপুটি মাজিষ্ট্রেট [illegible]য়ে গ্রহণ করিবেন। কিন্তু অঞ্জলা স্থ্[illegible]ক্তির হস্তে তিতিক্ষাপত্রের ছইপত্তিক মুক্তা ফলের ন্যায় ইহার দুর্দ্দশা হইবে সন্দেহ নাই। যখন কেহ কাহাকে কোন উপহার দেন, তখন তাহার একটী উদ্দেশ্য সাধন চেষ্টা থাকে। উপহার গ্রহীতা উপহারদাতার সেই মনোরথ পূর্ণ করিবার সাধ্যানুরূপ চেষ্টার ত্রুটি করেন না। এই বিশ্বজনীন ব্যবহার দর্শনে সাহসী হইয়া আমরাও একটী সঙ্কল্প করিয়া উল্লিখিত বিষয়গুলি ন্যায়পর প্রজাহিতৈষী কর্ত্তব্যকারী জজ ও মাজিষ্ট্রেট প্রভৃতির অগ্রে উপস্থিত করিলাম। আমাদিগের সঙ্কল্প এই, ঐ অনিষ্ট গুলির নিবারণ হয়। তাহা হইলেই আমরা চরিতার্থ হইব।

স্বগৃহের হউক আর অন্যগৃহের হউক, সমপক্ষপাতে অন্যায় ও অত্যাচার নিবারণার্থই ধর্ম্মাধিকরণ প্রতিষ্ঠিত হইয়াছে। ন্যায়কারী রাজা ও রাজপ্রতিনিধিগণ অন্যায় নিবারণকালে আত্ম পর বিবেচনা করেন না।

বহূনি বাঞ্ছন্ বশী ন মনুষ্যান্
স্বধর্ম্ম ইত্যের নিরস্তকারণঃ।
গুরূপদিষ্টেন রিপৌ সুতেঽপি বা
নিহন্তি দণ্ডেন স ধর্ম্মবিপ্লবং॥

রাজা হইলেই ক্রোধ লোভাদি পরিত্যাগ করিয়া বিনা পক্ষপাতে স্বকর্ত্তব্য সম্পাদন করিতে হইবে, এই বিবেচনা করিয়াই সেই রাজা দুর্য্যোধন কি পুত্র কি শত্রু [illegible] অধর্ম্মাচরণ করিতেন তাহারই দণ্ড বিধান করিতেন।

রাজা দুর্য্যোধন অন্য অন্য অংশে অত্যাচারী দুরাত্মা বলিয়া প্রসিদ্ধ ছিলেন। কিন্তু তিনি যখন প্রজা পালন কালে সাধ্যানুসারে শত্রু ও মিত্র উভয়েরই অপরাধের তুল্যরূপে বিচার করিতেন বলিয়া বর্ণিত হইয়াছেন, তখন যে ইংরাজ [illegible] অবশ্য কর্ত্তব্য একথা বলা বাহুল্য। আমরা উপরে আদালত সম্বন্ধে [illegible] বিষয়ের উল্লেখ করিয়াছি, তাহার [illegible]টি ন্যায়সিদ্ধ? কোন আইনে নিষ্ঠুর যে নাজীর, পেস্কার প্রভৃতি বাদী ও [illegible]দীর নিকট হইতে টাকা লইবেন?

ঐ সকল টাকা কি গবর্ণমেণ্টের [illegible] ভুক্ত হয়? জজ ও মাজিষ্ট্রেটেরা [illegible]ন আপন আদালতের এরূপ অত্যাচার ও [illegible] অন্যায় নিবারণে সমর্থ হইতেছেন না, [illegible] যখন যে তাঁহারা অন্যের অন্যায় [illegible] ন্যায়ের যথার্থ রাজধর্ম্মানুসারে বিচারণ করিতেছেন, তাহাকে কিরূপে [illegible] হইবে? তাঁহারাই বিবেচনা করিয়া দেখুন না কেন, অর্থি প্রত্যর্থিরা [illegible] সবিচার লাভে সমর্থ হইবে বলিয়াই [illegible] প্রকার অনুকূল আইনের সৃষ্টি হইয়াছে। কিন্তু আমলাদিগের অবৈধ অর্থ গ্রহণ [illegible] বারিত থাকিলে আইনের যে উদ্দেশ্য সিদ্ধ হইবার সম্ভাবনা কি? [illegible] আমাদিগের অনুরোধ এই, [illegible] বিশেষ অনুসন্ধান করিয়া দেখুন, [illegible]র আদালতে উল্লিখিত [illegible] প্রবাহিত হইতেছে কি না। [illegible] তাঁহারা জানিতে পারেন [illegible] যোগে [illegible] নহে তন্নিবারণ চেষ্টায় প্রবৃত্ত হউন।

[illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] দিগকে [illegible] [illegible] করিবার প্রার্থনা করেন, তখন আমরা [illegible] বিনা চেষ্টায় আমরা [illegible] একটী উৎকৃষ্ট [illegible] লাভ করিলাম। কিন্তু কোতো[illegible] [illegible] এই, [illegible] মনোনীত করিবার [illegible] [illegible] উহার কলঙ্কভোগী হইতেছি না [illegible] প্রবর্ত্তিত থাকিলে কেবল [illegible] বাহিতার [illegible] সম্পূর্ণ প্রত্যাশা থাকে।

লক্ষণ। ইংলণ্ড প্রভৃতি স্থানে [illegible] প এ প্রথা প্রবর্ত্তিত হয়, [illegible] করিলে উহা যে স্বাধীনতার একটী ল[illegible] তাহা স্পষ্ট প্রতীয়মান হইবে। ইংল[illegible] অধীশ্বর জনের নিকট হইতে তত্র জমীদারেরা যখন বলপূর্ব্বক মাগ্না [illegible] নামে সনন্দ লন, তৎকালে জুরির বিচারপ্রথা প্রবর্ত্তিত করিবার [illegible] শেষ করিয়া লিখিয়া লওয়া হইয়াছিল। [illegible]লের বিপ্লবকালেও তথায় উক্ত প্রথা [illegible] হয়। সক[illegible] স্বাধীনতা লাভচেষ্টাই [illegible] সমস্ত [illegible] চেষ্টার মূল।

আমাদিগের [illegible] জুরি হইবার যোগ্য [illegible]ক নাই এরূপ নয়, কেবল মফস্বলের বি[illegible] পতিদিগের দোষে সেই যোগ্য লোক [illegible] হইতেছে না। তাঁহাদিগের কার্য্য ও [illegible]হার দেখিয়া স্পষ্ট বোধ হয়, তাঁহারা জু[illegible] প্রথার বিষম বিপক্ষ। এ প্রথাটি মফস্বল[illegible]তে রহিত হয়, তাঁহাদিগের ইহা অন[illegible]ট নয়, এ কথা বলিলে বোধ হয় অযুক্তি[illegible] হয় না। আমরা কয়েক মাস পূর্ব্বে প্র[illegible] করিয়াছিলাম ২৪ পরগণার কয়েক জন [illegible]ও জুরির পদ প্রাপ্ত হইয়াছে। [illegible] হুগলীর জজ জুরি নিয়োগ বিষয়ে এক [illegible] অদ্ভুত ব্যবহার আরম্ভ করিয়াছেন। উক্ত [illegible] যাহাদিগকে জুরি পদে মনোনীত ক[illegible]রিয়াছেন, তন্মধ্যে মুদি, গোয়ালা প্রভৃতি [illegible] জাতিরই প্রায় অদর্শন নাই। নূতন [illegible] প্রত্যেক মকদ্দমায় এক এক দল জুরি [illegible] করেন। সুরতি খেলার রীতি[illegible] জুরি বাচনী হইয়া থাকে। যাঁহারা প্র[illegible] মনোনীত না হন, তাঁহাদিগকে [illegible] পাঁচ দিন উপস্থিত থাকিতে হয়। [illegible] উপবেশনের স্থান নাই। তাঁহা[illegible] যথোচিত সম্মান করাও হয় [illegible] মকদ্দমায় যেরূপ নিষ্পত্তি [illegible] অভিপ্রায় হয়, তিনি জুরিদিগের [illegible] পূর্ব্বেই তাহা প্রকাশ করেন।

[illegible] তাঁহাদিগের নিষ্কৃতি [illegible] জরীমানা হইতেছে। [illegible] জুরি হইতে [illegible] [illegible] পল্লীতে বলি[illegible] এবং অনেক [illegible] এই রূপ ঘটিতেছে। এরূপ ব্যবহারের কারণ কি? এক কারণ [illegible]দিগের [illegible] প্রতিভাত হইতেছে। সে এই – [illegible] বিচারপতিরা আপনারা সর্ব্বেসর্ব্বা হইতে চাহেন, তাঁহাদিগের যে মত, তদনুসারে বিচার হয়, ইহাই তাঁহাদিগের অভিপ্রেত। জুরিরা সকল সময়ে তাঁহাদিগের মতে মত দেন না। সুতরাং জুরি প্রথা তাঁহাদিগের বিদ্বিষ্ট না হইবে কেন? এই কারণেই বোধ হয়, তাঁহারা সুশিক্ষিত, যোগ্য ও অপক্ষপাতী লোকদিগকে জুরির পদে মনোনীত করিতে অভিলাষী নহেন। অযোগ্য লোক নিয়োগ দ্বারা ক্রমে জুরিপ্রথা সকলের অবজ্ঞাত হইয়া উঠিয়া গেলেই তাঁহাদিগের কণ্টক যায়।

যেরূপে কার্য্য করিলে অভীষ্ট সিদ্ধি হইবার সম্ভাবনা আছে, এক্ষণে তাহা নির্দ্দেশিত হইতেছে। এতদ্দেশসাধারণে জুরিপ্রথা এই নূতন প্রবর্ত্তিত হইয়াছে। নূতন বলিয়া আজিও সকলে ইহার মর্ম্ম গ্রহে সমর্থ হন নাই। বিশেষতঃ অনেকের এরূপ স্বভাব আছে, যাহাতে সাক্ষাৎ সম্বন্ধে স্বার্থ সম্বন্ধ না থাকে, তাঁহাতে সানুরাগ প্রবৃত্তি জন্মে না। যখন ইংলণ্ডে জুরিপ্রথা প্রথম প্রবর্ত্তিত হয়, [illegible] এইরূপ ঘটনা হইয়াছিল। [illegible]দিগের উপরে জুরি নিয়োগের ভার [illegible] হইবে তাঁহাদিগের কর্ত্তব্য, তাঁহারা সুশিক্ষিত সুবোধ অনুরক্ত ও উৎসাহসম্পন্ন লোক দেখিয়াই তৎপদে নিয়োজিত করিবার চেষ্টা করেন। এতদ্বিধ সদ্গুণ সম্পন্ন লোক অধিক ছিলা [illegible], তাহা আমরা অস্বীকার করি না। কিন্তু নিয়োগকর্ত্তারা যদি বিবেচনা পূর্ব্বক [illegible]

[illegible] মকদ্দমায় কি জন্য নূতন নূতন [illegible] নিযোজিত করা হইতেছে? মফস্বলে [illegible] প্রতি মাসে এক এক বার সেসিয়ান বসিতেছে। এক দম [illegible] জুরি দ্বারা কি এক সেসিয়নের মকদ্দমার বিচার চলে না? প্রত্যেক মকদ্দমায় ৭ জন করিয়া জুরি করিলে এত জুরি কোথায় পাওয়া যাইবে?

পরিশেষে বিশেষ করিয়া আর একটি কথার উল্লেখ না করিয়া এ বিষয়ের উপসংহার করা বিধেয় হইতেছে না। বিচারপতিরা যেন কোনরূপে জুরিদিগের [illegible] মাননা না করেন। জুরি প্রথায় যখন [illegible] ভারতের স্বাধীনতা ও অপূর্ব্ব একটী স্বত্ব লাভ সম্বন্ধ রহিয়াছে, তখন জুরির অবমাননা হইলেই ভারতবর্ষের অবমাননা হইবে। আমরা স্পষ্টাক্ষরে কহিতেছি, ভারতবর্ষ পুনঃ পুনঃ সে অপমান সহ্য করিবেন না।

পবিত্রাক্ত শিশুর আশ্রয় গৃহের আবশ্যকতা।

গত বারে মিথ্যাসাক্ষ্য এই শিরোনাম দিয়া যে প্রস্তাব লিখিত হয়, পাঠকগণ তাহা পাঠ করিয়াছেন সন্দেহ নাই এবং আমাদিগের দেশের বিধবাদিগের দুর্দ্দশারও একটী উদাহরণ প্রাপ্ত হইয়াছেন। এ দেশে সতী স্ত্রীর আদর্শ স্বরূপ অনেক বিধবা আছেন, আমরা মুক্ত কণ্ঠে একথা স্বীকার করি, কিন্তু এদেশের বিধবাগণ যে রূপ অসহ্য যন্ত্রণা সহ্য করিতেছেন [illegible] তাঁহাদিগের হৃদয়াকাশ যে রূপ গাঢ়তর অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন হইয়া আছে, তাহাতে সকলেই যে সংযতেন্দ্রিয় হইয়া সৎ পথগমনে সমর্থ হইবে ইহা কোন ক্রমেই সম্ভাবিত নহে। অনেকমধ্যে বিধবার অসহ্যের প্রেরোচনায় বিমোহিত ও [illegible] [illegible] ক্রোধে [illegible] হইয়া [illegible] [illegible]

[illegible]

বেন না।

তাহা[illegible] প্রাচীন [illegible] কি [illegible]। তাঁহাদিগের কুসংস্কারের কি [illegible]! দিন দিন বর্দ্ধিত যে [illegible] ন করিতেছে, তাঁহারা তাহা বুঝিতে পারিতেছেন না। এক দিক [illegible] রাজনিয়ম ও সমাজের অবস্থা ভিন্ন, [illegible] রূপ আছে, এই ভাবিয়া তাঁহারা [illegible] হইয়া আছেন। কিন্তু তাঁহারা যদি একবার সদসদ্বিবেক চক্ষু উন্মীলন করিয়া চতুর্দ্দিক নিরীক্ষণ করেন, দেখিতে পাইবেন, পূর্ব্বকার সমুদায় বিষয়েরই [illegible]র উপস্থিত হইয়াছে। [illegible]র সে অবস্থা নাই; সে রাজনিয়ম নাই; সে বিচার নাই; সে পুলিস নাই; লোকের মনের সে ভাবও নাই। পূর্ব্বে রাজনিয়মজাত যে সমস্ত দোষ ছিল, তাহা ক্রমশঃ সংশোধিত হইতেছে; পূর্ব্বে বিচারকর্ত্তারা যে-[illegible]ধীন ব্যবহার করিতেন, এক্ষণে সম্যক রূপে না হউক, তাহার অনেক নিবারণ হইয়াছে; উপস্থিত কর্ত্তৃপক্ষের নিকটে তিরস্কৃত হইতে হইবে, এমত তাঁহাদিগের মনে একটী শঙ্কা জন্মিয়াছে। পূর্ব্বে পুলিস [illegible] ছিল না; পুলিস কর্ম্মচারীরা কুকর্ম্ম নিবারণ চেষ্টা দূরে থাকুক তাহার [illegible] করিয়া উহার বিলক্ষণ শ্রীবৃদ্ধি করিয়া তুলিয়াছিল, এক্ষণ তাহা-

[illegible] থাকিবে। এই সকল উপদ্রব প্রাচীন সম্প্রদায়ের চতুর্দ্দিক রুদ্ধ করিয়া রহিয়াছে, কিন্তু তাঁহারা প্রতি ক্ষণে আক্রমণ করিতেছে বলিয়া তাহা দেখিতে পাইতেছেন না। বুদ্ধিমান ব্যক্তিদিগের হস্তগত ভ্রূণ হত্যা নিবারণের যে উৎকৃষ্ট উপায় আছে, তাঁহারা তাহার অনুসরণে উন্মুখ হইতেছেন না; কত দিনে যে তাঁহারা তদনুসরণে ব্যগ্র হইবেন, তাহারও নিশ্চয় নাই। তত দিন ভ্রূণ হত্যার স্রোত অনিবারিত হইয়া কি প্রবাহিত থাকিবে? গবর্ণমেণ্ট যে আইন করিয়াছেন, তত দিন তাহাই কি [illegible] পর্য্যাপ্ত বলিয়া পরিগণিত হইবে? গবর্ণমেণ্ট ভ্রূণহত্যা নিবারণের কঠোর আইন করিয়াছেন যথার্থ বটে কিন্তু এস্থলে ইহাও বিবেচনা করিতে হইবে, যেমন দণ্ড ভয় আছে, তেমন একটী [illegible] সামাজিক ভয়ও আছে। বিধবার গর্ভ প্রকাশ হইলে একঘরে হইতে হইবে, এতটী সামান্য ভয় নয়। এ ভয় সত্ত্বে কেবল দণ্ড ভয় প্রদর্শন দ্বারা যে ভ্রূণ হত্যার সম্যক নিবারণ হইবে, ইহা কোন ক্রমেই সম্ভাবিত নহে।

অতএব এক্ষণে আমাদিগের বক্তব্য এই, যাবৎ বিধবা বিবাহ প্রচলিত না হয়, তাবৎ ভ্রূণ হত্যা নিবারণের আর একটী

[illegible]

নূতন পুস্তক ও পত্রিকা।

আমরা কৃতজ্ঞতা সহকারে [illegible] যেছি, অনুগ্রহ পূর্ব্বক নিম্নলিখিত [illegible] ও পুস্তক গুলি আমাদিগের [illegible] য়াছে।

১। অবকাশরঞ্জিনী [illegible] পত্রিকা। [illegible] সম্পাদক। ঢাকা [illegible] মুদ্রিত ও প্র[illegible] ত হইতেছে। মূল্য [illegible]

উক্ত পত্রিকার ভূমিকায় [illegible] হইয়াছে, "মাসিক [illegible] বিধ বিষয়িণী কবিতা রাজা, কথা [illegible] সার উদ্বোধক গীত, প্রহসন প্রভৃতি দ্বারা পাঠকগণের অবকাশকাল [illegible] অবকাশরঞ্জিকার এক মাত্র উদ্দেশ্য।"

অবকাশ রঞ্জিনীর প্রথম সংখ্যা [illegible] ছিলাই আমাদিগের বিলক্ষণ [illegible] সম্পাদক যদি নিবিষ্টচিত্ত ও উদ্যোগ[illegible] কৃতকার্য্য হইতে পারিবেন। এখন [illegible] কেবল নামতঃ নয় অর্থতঃ ও [illegible]

[illegible]

[illegible]

... অনেক [illegible] পাঠে আমাদিগের [illegible] ... [illegible] বাবুর [illegible] ... অতঃ [illegible] হইল, ... [illegible] ... ইংরাজি [illegible] ... 'কৌমুদী[illegible]' [illegible] ... [illegible] হইয়াছে।

৮। কমলিনী। ইহা একখানি পদ্যগ্রন্থ। শ্রীযুক্ত বাবু রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় ইহাতে রাজস্থানীয় এক রাজ্ঞীর চরিত্র বর্ণন করিয়াছেন। ইহা পদ্মিনী উপাখ্যানের সহোদর। ইহার অলঙ্কারের পরিচয় দিবার নিমিত্ত অধিকতর প্রয়াস পাইতে হয় না। তিনি একজন লব্ধপ্রতিষ্ঠ ব্যক্তি।

কর্ম্মদেবীর কবিতা গুলি পাঠ করিয়া যে [illegible] গ্রন্থকারের পাণ্ডিত্য ও ভাবুকতার সবিশেষ পরিচয় পাওয়া গেল, তৎসঙ্গে ... বোধ হইতে লাগিল, কবিতাগুলি রঙ্গলাল বাবুর লেখনী হইতে অনর্গল বিনির্গত হয় নাই। ইহার প্রণয়নার্থ তাঁহাকে অনেক প্রয়াস পাইতে হইয়াছে। এই গ্রন্থে আর একটি দোষ লক্ষিত হইল। কবি অনেক অংশে [illegible] প্রভৃতির অনুকরণ করিয়াছেন। অনেক গুলি কবিতার গদ্যপদ্ধও [illegible] হইতেছে। যাহা হউক, আমরা এই গ্রন্থের গুণ বর্ণন বিষয়ে পাঠকগণকে সংক্ষেপে কহিতেছি, আমরা ইহা পাঠ করিয়া অসন্তুষ্ট হই নাই এবং পরিশ্রম ও বিফল বোধ করি নাই।

৩। ইতিহাসমালা। [illegible] ... কলিকাতা নর্ম্মাল স্কুলের [illegible] বাবু রামকমল ভট্টাচার্য্যের [illegible] ... কয়েক জন [illegible] ... প্রথমে ইহার অনুবাদ আরম্ভ [illegible] রামকমলের মৃত্যু হওয়াতে [illegible] ইহার কার্য্য বন্ধ থাকে। [illegible] ... [illegible] সম্পূর্ণ করিয়াছেন ...

ইহার প্রতি [illegible] ... আর এক, ইহার [illegible] আমাদিগের [illegible] ... ইহার গুণ সহকে এই মাত্র বলিলেই পর্য্যাপ্ত হইতে পারে, ইহার রচনা সরল এবং বাঙ্গালার রীতি বিশুদ্ধ হইয়াছে।

৪। শিশুপালন দ্বিতীয়ভাগ। শ্রীযুক্ত বাবু শিবচন্দ্র দেব ইহার সংগ্রহকর্ত্তা। শিবচন্দ্র বাবু ভূমিকার মধ্যে লিখিয়াছেন "এই পুস্তকের প্রথম তিন অধ্যায় ডাক্তর এণ্ড্ কোম সাহেবের প্রণীত গ্রন্থ (ফিজিওলজিকেল এণ্ড মরেল মেনেজমেন্ট অব ইন্ফেন্সি) হইতে, চতুর্থ অধ্যায় পেষ্টালোজাইয়ের শিশুশিক্ষা বিষয়ক পত্রিকা হইতে এবং শেষ দুই অধ্যায় কেমর্স্ ইন্ফেন্ট ট্রিটমেন্ট নামক পুস্তক হইতে সংগৃহীত হইয়াছে।" আমরা উপরে ইতিবৃত্ত সারের বিষয়ে যে বক্তব্য ব্যক্ত করিলাম, ইহার গুণ দোষ বিষয়েও সেই বক্তব্য। নূতন কিছু নাই। ইহার উপদেশানুসারে বালকগণ সুশিক্ষিত হইলে হিন্দুসমাজের মহোপকার লাভের সম্ভাবনা। বাল্যকালে যথারীতি শিক্ষা হয় না বলিয়াই অনেকগুলি কৃতবিদ্য ব্যক্তিদিগের নিকট হইতে যে উপকার লাভের প্রত্যাশা করেন, তাহা পূর্ণ হইতেছে না।

৫। শ্রীযুক্ত গৌরীনাথ সেন কবিরত্ন প্রণীত শারীরিক স্বাস্থ্যবিধান। ইহা অগ্নিবেশ, সুশ্রুত, চক্রপাণি প্রভৃতি প্রসিদ্ধ পণ্ডিতগণের গ্রন্থ সংস্কৃত গ্রন্থ হইতে সঙ্কলিত হইয়াছে। সংস্কৃত গ্রন্থকারেরা চিকিৎসা শাস্ত্রের যে কত দূর উন্নতি সাধন করিয়াছিলেন, এতৎ পাঠ দ্বারা তাহা স্পষ্ট জানা যাইতে পারে। কিন্তু আমাদিগের মতে এগ্রন্থখানি মুদ্রিত ও প্রচারিত না হইলেই ভাল হইত। [illegible] সেই প্রাচীন কালের মতের সহিত ইদানীন্তন মতের বহু বৈলক্ষণ্য দৃষ্ট হয়। ইদানীন্তন মত যে সমধিক বিশুদ্ধ, তাহা সকলেই স্বীকার করিয়া থাকেন। কিন্তু এতৎ প্রচার দ্বারা এই একটি মত [illegible] পড়িবার সম্ভাবনা আছে, অনেকে ইহা বিশেষ মত বলিয়া ইহার অনুসারে আচরণ করিতে পারেন। বি- [illegible] ইহাতে [illegible] যেরূপ বিরুদ্ধ মত [illegible] হইয়াছে, তাহাতে এ ...

[illegible] ... এবং [illegible] ... তাঁহার [illegible] ... কোন যুবতী [illegible] তাহার আর্ত্তবরক্ত সমীরণ গ্রহণ করিয়া দুহিতৃর্গর্ভ করে।"

৬। কলিকাতা ব্রাহ্মসমাজের বক্তৃতা। শ্রীযুক্ত বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর হিমগিরি হইতে আসিয়া ব্রাহ্ম সমাজে যে কয়েকটী বক্তৃতা করেন, তাহা পুস্তকাকারে মুদ্রিত ও প্রচারিত হইয়াছে।

৭। যশোহরের শ্রীযুক্ত বাবু সর্ব্বকুমার দা[illegible] সংগৃহীত বাক্যাবলি। ইহাতে প্রথম ইংরাজী শব্দ লিখিত হইয়াছে। তাহার পর তাহার বাঙ্গালা অর্থ আছে।

৮। রামচন্দ্রপুর ব্রাহ্ম সমাজের বক্তৃতা। ১৩ই আশ্বিন বৃহস্পতিবারের সমাজে উহার সম্পাদক শ্রীযুক্ত বাবু নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঐ বক্তৃতা করেন। বক্তৃতাটী উত্তম হইয়াছে।

বিবিধ সংবাদ।

৩১এ ভাদ্র সোমবার।

ইংলিসম্যান শ্রবণ করিয়াছেন ব্যবস্থাপক সভার অধিবেশনকাল সন্নিহিত হওয়াতে গবর্ণর জেনরল আগামি মাসের মধ্যে উত্তর পশ্চিমাঞ্চলে যাইতে পারিতেছেন না। ইতি মধ্যে তিনি একবার [illegible] যাইতে পারেন। তবে [illegible] করেডিডিগের [illegible] আসাম [illegible] হইবার সম্ভাবনা।

উক্ত পত্র তিব্বত হইতে সংবাদ পাইয়াছেন [illegible] লামা চীনদেশে সেনা সংগ্রহ করিয়া স্বীয় রাজ্য পুনরধিকার করিতে আসিতেছেন। [illegible] রাজা ও [illegible] ...

[illegible]

...মাধিক এক [illegible] লইয়া তাহাদিগের উদ্ধার করিয়াছে।

কলিকাতার [illegible] মেডিকেল কলেজের [illegible] পিঠ হইয়াছে, শীতকাল সন্নিহিত হইতেছে, তাহারা [illegible] হইয়াছেন। [illegible] এক সভা হইয়া, [illegible] পারিতোষিক [illegible] হইয়াছে। চারজন [illegible] কোম্পানি প্রতি বৎসর ৫০০ টাকার এক [illegible] দিবেন। [illegible] মধ্যে যিনি [illegible] উত্তম [illegible] পারিবেন, তিনিই তাহা পাইবেন। [illegible] যাহাই হউক, [illegible] আগ্রহ দলিয়া যাইবে [illegible] নাই।

অদ্য কলিকাতার আরব [illegible] প্রণালীর (ড্রেন) [illegible] এক ব্যক্তির [illegible] পড়িয়া এক [illegible] অকস্মাৎ আহত ও অপর এক জন হত হইয়াছে। ইহা ত সামান্য কথা, উক্ত পয়ঃপ্রণালীতে অনেক টাকা ব্যয় হইয়াছে, এই রূপ অনেক কল দেখিতে পাওয়া যাইবে।

[illegible] করিয়াছেন [illegible] শিক্ষক প্রধানতম বিচারালয়ের বিচারপতিদিগের নিয়োগ ও [illegible] ভার বহতে [illegible] আছেন। এজন্য [illegible] সহিত তাঁহার অনেক তর্ক বিতর্ক হইয়াছে। [illegible]

[illegible] নর্মাণ [illegible] পরিদর্শন করিয়া [illegible] হইয়া [illegible] পরীক্ষা করিয়াছিলেন। [illegible] মনোযোগী [illegible] করিতে [illegible] হইবেন [illegible]

[illegible]

[illegible] আইন [illegible] করিতেছেন। [illegible] পূর্ব [illegible] করিয়াছেন।

[illegible] এই [illegible] হইবে [illegible] একবারে [illegible] হইলে [illegible] হয়।

৩রা আর্শিন মঙ্গলবার।

বোম্বাই বাণীর কোম্পানির অধ্যক্ষদিগের দুষ্কার্য্যের অনেকটি বিশেষ উদাহরণ প্রকাশিত হইয়াছে। যাহার হস্তে [illegible] ভার ছিল, তিনি এক [illegible] দুই বার কোম্পানির নামে জমা দিয়া টাকা লইয়াছেন। [illegible] কোম্পানির টাকা লইয়া ব্যাঙ্কের অংশ নিজে [illegible] করিয়া লাভ আপনি লইয়াছেন [illegible] তাহা কোম্পানির নামে [illegible] লিখিয়াছেন। [illegible] এক জন পারসী অংশী এই সকল দুষ্কর্ম্ম বাহির করিয়াছেন। এই কোম্পানি উঠিয়া যাইতেছে, এক্ষণে এই প্রশ্ন হইতেছে পূর্ব্ব অধ্যক্ষদিগের নামে [illegible] নালীশ হইবে কি না? পূর্ব্বেরা [illegible] রূপ প্রতারণা করিয়া [illegible] দিগের অত্যে হত্যা হইতেছে।

দিল্লী গেজেট বলেন আমীর [illegible] খাঁ সম্প্রতি কয়েক জন দূত [illegible] সুলতান জানকে আত্মসমর্পণ করিতে অনুরোধ করেন। কিন্তু সুলতান তাহা করিতে অসম্মত হইয়াছেন। [illegible] খাদ্য দ্রব্য দুষ্প্রাপ্য হইয়াছে। [illegible] শুক্ত পাইবার [illegible] যাইতেছেন।

উক্ত পত্রের [illegible]

[illegible]

[illegible] করিতে না পারিয়া [illegible] হইতে [illegible] যে দিবস আমরা [illegible] একজন সিপাহী [illegible] আত্মহত্যা করিয়াছে। [illegible] কথার কি শাস্তি?

২রা আশ্বিন [illegible]

ইংলণ্ডীয় মহারাজার [illegible] হইয়াছে [illegible] হইয়াছে, সম বর্ষে [illegible] [illegible] করিয়াছেন।

এবার [illegible] কৃষি [illegible] হইয়াছে। [illegible] এই কষ্টির [illegible]।

[illegible] গবর্ণর পূর্ববাঙ্গলার বড় বলো। [illegible] নাই, না পারিবার ও ক- [illegible] কখন দুই কুল রক্ষা হয় না।

টাইম্স অব ইণ্ডিয়া ইংলণ্ডীয় ব্যয়ের [illegible] করিয়াছেন। সমুদায় ভারতবর্ষ এক [illegible] হইয়া করে এই অপব্যয় নিবারণে যত্নবান হ।

[illegible] বলেন পে [illegible] অনুরূপ যোগ সপ্রমাণ হওয়াতে তাঁহাকে সেসিয়ন সমর্পণ করা হইয়াছে।

[illegible] বলেন [illegible] এক গ্রামে দুই ভাই বাস করিত। এক জন অতি দরিদ্র, অপর কিঞ্চিৎ সঙ্গতিমান ছিল। দরিদ্র ভ্রাতা এক দিবস আহার আত্মার নিকট হইতে কিঞ্চিৎ শস্য আনয়ন করে, কিন্তু তাহার ভ্রাতৃবধূ তাহাতে বিরক্ত হইয়া তাহা কিরাইয়া লইয়া আইসে। উক্ত ব্যক্তির সে দিবস কিছুই খাইবার ছিল না। অতএব এই নিষ্ঠুরতায় অতিমাত্র দুঃখিত হইয়া সে বন হইতে এক প্রকার বিষাক্ত লতা আনিয়া তাহা নিষ্পেষণ করিয়া আপনার স্ত্রী ও দুই পুত্রকে দিয়া সকলে প্রাণত্যাগ করিল। অপর ভ্রাতা কিয়ৎক্ষণ পরে আসিয়া এই ব্যাপার দর্শনে শোকার্ত্ত হইয়া সেই বিষ পান করিয়া প্রাণত্যাগ করিল। যে স্ত্রীলোকের দোষে এই কয়েকটী প্রাণী প্রাণত্যাগ করে তাহাকে হাজতে রাখা হইয়াছে। সম্বাদটী যদি সত্য হয় অত্যন্ত শোকের বিষয়। ইহা দুর্ভিক্ষের একটী ফল।

ইংলিসম্যান হায়দরাবাদ হইতে সম্বাদ পাইয়া লিখিয়াছেন। আপনার উইলসন নামক [illegible] বিবি বয়ে নাম্নী এক জন উদাসিনের ধারিণী স্ত্রীর সহিত যোগ করিয়া বিবি জেনিক্সনের নামে কয়েক খানি জাল পত্র করিয়া ও এক লক্ষ টাকার এক জাল হুণ্ডি ভাঙ্গাইয়া পুত্র [illegible] জেনিক্সন মৃত হওনের পর জেনিক্সনের স্ত্রী, তিনি এবিষয়ের কিছু জানেন না। এই ব্যক্তির ও বিবি বয়ের অদ্যাপিও বিচার হয় নাই।

বাঙ্গালী পত্র বলেন প্রিন্স অব ওয়েলস ভারতবর্ষে আগমন করিবেন না।

বাঙ্গালিদিগের অদ্ভুত মত এবং নিন্দা ও গালিপ্রিয়তা দেখিয়া প্রথমাবধিই এই পত্রের প্রতি আমাদিগের ভক্তির অল্পতা হয় কিন্তু তৎকালে আমরা মনে করিয়াছিলাম, ইহা ক্রমে শুধরিয়া উঠিবেক। এক্ষণে দিন দিন আমাদিগের সে আশা অলীক হইতেছে। উক্ত পত্র চেষ্টায় আছেন হিন্দু পেট্রিয়টের যশোহানি ও ক্ষমতা নষ্ট করিয়া আপনি প্রধান হইয়া উঠিবেন, কিন্তু সে তাঁহার দুরাশা, তাহাতে এই মাত্র ফল লাভ হইবে, হিন্দুপেট্রিয়ট হিন্দুজাতির প্রতিনিধি স্বরূপ, তাঁহার নিন্দা করিয়া তিনি হিন্দু জাতির শত্রুদেবী বলিয়া পরিগণিত হইবেন।

ঢাকা নিউস বড় আহ্লাদিত হইয়াছেন। লেপ্টেনেণ্ট গবর্ণর ঢাকার এতদ্দেশীয় ভদ্রলোকদিগকে যথোচিত সম্মান করেন নাই। বীডন সাহেব গণিমিয়ার গাড়ি না লইয়া এক জন নীলকরের গাড়ি লওয়াতে তিনি বিশেষ আহ্লাদ প্রকাশ করিয়া বিদ্রূপ করিয়া বলিয়াছেন “ভারতবর্ষীয় সভা সতর্ক হউন”। উক্ত সম্পাদক এত বুঝিতে পারেন। নীলকরেরা আজিও ইহাকে আপনাদিগের পালের গোদা করিলেন না, বড় দুঃখের বিষয়।

উক্তপত্র বলেন [illegible] এক জন কুশিক্ষিত ব্যক্তি এক জন চাকরের কবর হইতে তাঁহার মৃত দেহ বাহির করিয়াছে। গবর্ণমেণ্ট এই সকল ব্যক্তিকে ধৃত করিবার জন্য ১০০ ও এক জন চাকরের ২০০ টাকা দিবেন ঘোষণা করিয়াছেন। ঢাকা নিউস এই উপলক্ষে হিন্দু ও মুসলমানদিগকে গালি দিয়াছেন। এই বারে ঢাকা নিউসের গ্রাহক বৃদ্ধি হইবে সন্দেহ নাই। ইংলিসম্যান ও হরকরা এইরূপে গ্রাহক বৃদ্ধি করিয়াছেন।

৩ রা আশ্বিন বৃহস্পতিবার।

গত বর্ষে সিংহল দ্বীপে ৭৫,১৯,৯৭০ টাকা আয় হইয়াছিল [illegible] উদ্বৃত্ত রহিয়াছে। [illegible] সাধারণ কার্য্যে অনেক টাকা ব্যয় করিয়াছেন। সিংহল দ্বীপ ভারতবর্ষের আদর্শ স্বরূপ।

নেপালস্থিত [illegible] রাজা তাকে বহুমূল্য দ্রব্য [illegible] তখন তত্রত্য গবর্ণমেণ্টের [illegible] রাজে রেসিডেণ্টের নিকটে [illegible] হয়। তিনি আজ্ঞা দিয়াছেন আফিসরদিগের কোন দ্রব্য পাঠাইবার প্রয়োজন হইলে তাহা প্রথমে নেপালের শুল্ক আদায় কারী কর্ম্মচারিকে দেখাইতে হইবে।

রণবীর সিংহের অত্যাচার কবে নিবারিত হইবে? তিনি আজ্ঞা করিয়াছেন, শীতকালে ইংরাজ ভ্রমণকারিরা তাঁহার রাজ্যে থাকিতে পারিবেন না। সেই সময়ে প্রজারা শস্য কাটিয়া থাকে, সেই সময়ই তাঁহার অত্যাচার করিবার সময়, ভ্রমণকারিরা পাছে তাহা জানিতে পারে, এই নিমিত্ত তিনি ঐ রূপ আজ্ঞা করিয়াছেন।

মান্দ্রাজে একটী নাট্যশালা করিবার জন্য ১০০০০ টাকা মূলধন সংগৃহীত হইয়াছে। কলিকাতায়ও একটী ইউরোপীয় নাট্যশালা হইতেছে। আমরা কেবল দেখিতে ও শুনিতে আছি।

জগদীশপুরের বিদ্রোহিদিগকে ক্ষমা করিবার ঘোষণা করা হইয়াছে। দুই জন রাজাকে তাহাদিগের নিকটে প্রেরণ করা হইয়াছে। এদিকে বিদ্রোহিদিগের পরস্পর গৃহ বিবাদ উপস্থিত অতএব তাহাদিগের অস্ত্র ত্যাগ করা সম্ভাবিত বটে।

১লা অক্টোবর গবর্ণর জেনরল রেঙ্গুন, মুলমিন ও ক্যেয়ার বন্দর দর্শনার্থ গমন করিবেন। তিনি একমাসের অধিক কাল রাজধানীতে অনুপস্থিত থাকিবেন না।

এবৎসর ৬০ জন সিবিলিয়ান এদেশে আসিতেছেন। ইঁহাদিগের বয়স ১৯। ২০।২১ বৎসরের অধিক নয়।

শীকদিগের গুরু নিহাল সিংহের মৃত্যু হইয়াছে। তাঁহার চেষ্টায় ১৮৪৫ অব্দে শীক দিগের সহিত কোম্পানির যুদ্ধ হয়। নিহাল সিংহ সবিশেষ সাহসের সহিত যুদ্ধ করিয়াছিলেন, যুদ্ধের পর তাঁহাকে কিঞ্চিৎ পেনসন

সোমপ্রকাশ

" সবর্ষেদা সর্বাসিদ্ধিলাভ মার্ঘিবৎ বঁহস্তরী মুনিসবনী ম হঁ ঘর্মা। "

ভাগ । সংখ্যা { সন ১২৬৯ । ১৮ কার্ত্তিক । ইং ১৮৬২ । ৩ নবেম্বর { বার্ষিক মূল্য বার্ষিক

বিজ্ঞাপন ।

মফস্বলে সোমপ্রকাশ প্রের-

ণের নিয়ম ।

গ্রিম মূল্য না পাইলে মফস্বলে সোম-
প্রেরণ করা যায় না। উহার বার্ষিক
মাশুল সমেত ১০ এবং ষাণ্মাসিক
রাশিতে আছে। ছয় মাসের ন্যূনে
গ্রহণ করা যায় না। মফস্বলের
জন্য সোমপ্রকাশ গ্রহণের ইচ্ছা
মূল্য সহিত পত্র লিখিলেই
তে পারেন।

গ্রাহকগণ

গ্রাহকগণকে জ্ঞা ... তেছে আশ্বিন
অতীত হওয়াতে ... র্থ প্রকাশ সো
... লের মূল্য ... যাচে কার্ত্তিক
অতীত হইলেও ... র মূল্য শেষ
ন, অতএব তাঁহারা ... মূল্য পা
না দেন ... মূল্য কবি ... সংস্কৃ
লতে আমাদিগের ... ইহাই আ-
নির্দ্দিষ্ট ...

সোমপ্রকাশ।

১৮ কার্ত্তিক সোমবার।

ভারতবর্ষীয় গবর্ণর জেনরলকে স্বাধী

নতা প্রদান প্রস্তাব।

ষ্টেট সেক্রেটারি সর চার্লস উড
রতবর্ষে শ্রীবৃদ্ধিকারিদলের কণ্টকস্বরূপ
য়াছেন। ঐ দল প্রথমে লার্ড ক্যানিঙ-
পদচ্যুত করিবার নিমিত্ত যে রূপ প্র
যে চেষ্টা পাইয়াছিলেন, চার্লস উ-
ডের বিষয়েও সেইরূপ চেষ্টা করিতে-
ছেন। অপরাধ উভয়েরই একবিধ। লার্ড
ক্যানিঙ প্রথমে শ্রীবৃদ্ধিকারিদলের মনোবা
ঞ্ছা পূর্ণ করিয়া এদেশীয়দিগের স্বত্ব, অধি-
কার ও স্বার্থে উপেক্ষা করেন নাই, চার্লস উডও করিতেছেন না, এই অপরাধ।
শ্রীবৃদ্ধিকারিদল কি এ অপরাধ সহ্য ক
রিতে পারেন

ভারতবর্ষ এক্ষণে সাক্ষাৎসম্বন্ধে ইং-
লণ্ডেশ্বরীর শাসনগত হইয়াছে। এখন
আর সেকেলে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানি
উভয়ের অন্তরালে নাই। ঐ কোম্পানি
শ্রীবৃদ্ধিকারিদলের ... স্বরূপ ছি-
লেন। তাঁহারা ... ভারতবর্ষীয়
প্রজাগণ ও শ্রীবৃদ্ধিকারিদল উভয়ের স্বা
র্থ একবিধ নয় ... বিরুদ্ধ।
শ্রীবৃদ্ধিকারিদিগের ... । এই
যে এ দেশের ... ইঁহারা
দের করগত হন, তাহারাই এ দেশে স
র্ব্বে সর্ব্বা হন. অতএব প্রজাগণ অধীন
কিবা ... দিগের অনুরোধ কৃষি
ও বাণিজ্যাদি ... করেন তাঁ-
হারা ... কাহাকে ...
কাহাকে রাজস্ব ...
চাঁদ ...
নামে ...
করেন, ... না পারেন;
তাঁহারা ... অপরাধ করি-
...
... কোন ... না হন; রাজার
মধ্যে বড় প্রধান ... ও বাণিজ্য
পথ আছে যে সমুদয় তাঁহাদিগের হস্ত-
গত হয়, এ দেশীয়েরা কেবল পরিচার-
কের ন্যায় তাঁহাদিগের সহকারী হইয়া
থাকেন। পক্ষান্তরে এ দেশীয়দিগের স্বার্থ
এই, ইঁহারা বহুকালাবধি অন্য দেশীয় ও
অন্য জাতীয় রাজার পরাধীনতাশৃঙ্খলে
বদ্ধ থাকিয়া আপনাদিগের ...
সকল হইতে বঞ্চিত
আর সে স্বাধীনতা ... নাই, ...
জ নাই, সে সাহস নাই, সে মনস্বিতা নাই,
সে বিদ্যা নাই, সকলেরই বিলোপ প্রাপ্ত
হইয়াছে; সে গুলির উদ্ধার করিতে হই-
বে, উদ্ধার করিতে হইলে অগ্রে ইহাদি
বগে বিদ্যা শিক্ষার উপায় করিয়া দিতে
হইবে; সুশিক্ষা ব্যতিরেকে তেজস্বিতা,
মনস্বিতা ও স্বাধীনতা প্রভৃতি কোন
গুণেরই আবির্ভাব সম্ভাবনা নাই; এবং
ইউরোপীয়দিগের সহিত ...
... দিগের ...
"স্বাধীনতা ...
উৎ ... করিতে হইবে।
... যদি এই সকল অধি-
কে ... কারানুরূপ কতক
ক ... । তাঁহাদিগের এরূপ
ক ... টী বিশেষ কারণও
ছি ... আশঙ্কা করিতে
তা ... অত্যাচার হইবে,
ক্ষে ... ইতে পারে যে,
হাদিগে ... এই ভয়ে তাঁহা-

[illegible] প্রথম সে-
[illegible] কারক কতক
[illegible] যাহা [illegible]
[illegible] প্রীতি- [illegible]
[illegible] দিগের [illegible]
[illegible] আপদের শান্তি
[illegible] হইয়াছিলেন,
[illegible] একটি পদ
[illegible] হওয়াতে তাহা-
[illegible] পারেন নাই। ঐ
[illegible] আছেন।
[illegible] বিচি-
[illegible]

[illegible] গৌরব বিবেচনা হইত
[illegible] অধিক মান
[illegible] লৌকিক [illegible]
[illegible] অধিক [illegible]
[illegible]

পদচ্যুত করিয়াছেন । গিবসন এই অত্যা-চারের সময়ে এক জন অনৈতনিক মাজি-ষ্ট্রেট ছিলেন, লেপ্টেনণ্ট গবর্ণর তালিকা হইতে তাঁহার নাম কাটিয়া দিয়াছেন কি-নাকেন ! !!

ভিজিক্স ডিপুটীকমিসনর এই প্রস্তাব দেখিয়া কিঞ্চিৎ রুষ্ট হইয়াছেন। তিনি বলেন ডিপুটীকমিসনর পত্র প্রেরক যে বৃত্তান্ত লিখিয়াছেন, তাহা যথার্থ নহে । এই হেতু তিনি উহার একটী স্বতন্ত্র বৃত্তান্ত লিখিয়াছেন । সে এই:—এক দিন কাছারিতে রিডসডেল মুহুরিকে [illegible] আজ্ঞা করে, মুহুরি তুচ্ছ করিয়া [illegible] না দেওয়াতে উক্ত চা-কর তাহার গালে এক চপেটা-ঘাত করিল । মুহুরি সাহেব বলিয়া ভয় না করিয়া এক [illegible] লইয়া তাহাকে প্রহার করিবার চেষ্টা পাইল । চা-কর সেই [illegible] লইয়া তাহার প্রহার দ্বারা তাহাকে [illegible] করিল । শেষে তাহাকে [illegible] করিয়া চা-কর সা-হেব [illegible] নিকটে প-রামর্শ জানিতে [illegible] । গিবসন বলিলেন " মুহুরিকে [illegible] ক-রেদ [illegible] তোমার অ-[illegible] [illegible] জানিতে [illegible] ।

রিডসডেল [illegible] [illegible] [illegible] [illegible]

কেহই রিডসডেলকে নির্দ্দোষ বিবেচনা করিবেন না, বরং রিডসডেল গুরুতর পাপী বলিয়া লোকের নিকটে প্রতীয়মান হইবে । ঐ প্রস্তাবটী লিখিয়া কেবল লা-ভের মধ্যে এই হইল, তিনিও বিনা পক্ষ পাতে সকল বিষয়ের যথাযথ বৃত্তান্ত বর্ণন করিয়া থাকেন বলি । তাঁহার যে খ্যাতি ছিল, তাহা লোপ হইতে চলিল । রিড-সডেল গিবসনের অনুমতি লইয়া বিবা-দের পর দিন মুহুরিকে হত্যে [illegible] মারে, ইহাতে কি তাহার অপরাধ লঘু হইতেছে ? যদি চা-কর ক্রোধভরে মুহু-রিকে তৎক্ষণাৎ ভয়ানক প্রহার করিত, তাহা হইলে আইনে না হউক, যুক্তিতে তাহার দোষ কতক ক্ষমার যোগ্য হইত । কিন্তু সে তাহা করে নাই, এক দিন মুহু-রিকে রুদ্ধ করিয়া রাখে ; ইহার মধ্যে তাহার ক্রোধের শান্তি হওয়াই সম্ভাবিত । কিন্তু ক্রোধ শান্তি না হইয়া প্রধানতম ক-র্ম্মচারির সহিত পরামর্শ করিয়া মুহুরিকে [illegible] সমক্ষে যে নিষ্ঠুর প্রহার করা হইয়াছে, সেটী স্নায়বকাণ্ড হইয়াছে স-ন্দেহ নাই । তদ্দ্বারা গিবসন ও রিডসডেল উভয়েরই স্বভাব ও অত্যাচারকারিতার [illegible] পরিচয় হইয়াছে ! তবে [illegible] বলিয়াছেন, মুহুরি তাহার উপরের লো-কের তুচ্ছ করিয়া অবাধ্যত প্রকাশ করি-য়াছে । মুহুরি অবাধ্যতা ও [illegible] [illegible] তুচ্ছতার কারণ কি ? [illegible] [illegible] কি কেহ কখন আপনার [illegible]

[illegible] ব্যক্তিকে অবজ্ঞা [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] যে শ্রেণির লোক, [illegible]

[illegible]

[illegible] ব্যবহার করিয়া [illegible] [illegible]

ব্যবহার করিয়া থাকে, [illegible] [illegible] [illegible] [illegible] কোন যুক্তিতে করিয়াছে ? [illegible] পরিত্যাগ করিলেই [illegible] শাস্তি হয় । পরিত্যাগ [illegible] হইয়া কি অন্য [illegible] নিবারণে সমর্থ হয় না ? [illegible] এই প্রকার [illegible] দ্বারাই কেবল [illegible] করিয়া কেহ. অন্যায় [illegible] বহনে তাহার [illegible] বিধান [illegible] যে সে যদি [illegible] করে, গবর্ণমেণ্টের [illegible]

আমরা [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible]

...তাঁদের প্রতি সকল বিষয়ে ...ব করিতে পারেন না। তাঁ- ...পা এ দেশীয়দিগের হইতে ...ম অত্যাচার নিবারিত হইবে ...ইংখ্যাত ইতিহাসবেত্তা আ- ...ন, সর্ব্বাপেক্ষা "আদিম সা- ...র অত্যাচার করাতেই ইং ...ঞ্চাইল ও অথর্ব্বজাতের দৃষ্টি ...রের অত্যাচারে বলে ...রাজনীতি ও ব্যাভা ক প ...ইয়াছে। সিপাহী বিদ্রোহ ...প্রকৃতির বিবজ্জন বঙ্গদেশ, ...অঞ্চল, বোম্বাই ও মান্দ্রাজ ...র পরম্পরাকে অধীন জাম ...: একতার উন্মুখ হইতে ...ইহাঁরা একবাক্য ও অধ্যব ...রিতসডেল প্রভৃতি জুরা- ...নিবারণ কি দুষ্কর হইবে? ...[illegible] পার্লিয়ামেন্ট ...ট্রী [illegible] কি আর ...হইয়া [illegible] ...গবর্ণমেন্ট [illegible] ...বন।

...প্রাপ্ত।

...দি ভিন্ন বেতন বৃদ্ধি।

...সর্ব্ব প্রকার বিশেষ- ...কদমা গ্রহণ ও তাহার নিষ্পত্তি ...তেন না। তাঁহাদিগের পদ ম... [illegible] সর্ব্ব... ইচ্ছা করিলেই কোন ...পদে নিযুক্ত ক... পারি... পূর্ব্বে তাঁহাদিগে ... অনভ্য... কোন বিষয়েরই বিশেষ ...এবং বর্ত্তমান দারোগা ...[illegible]

ন। তাঁহারা এরূপ অপমানকে অপমান বোধ করিতেন না। এক্ষণে মুন্সেফদিগের পরীক্ষার কঠিন নিয়ম নির্দিষ্ট হইয়াছে। সেই নিয়মানুসারে পরীক্ষোত্তীর্ণ ব্যক্তিরাই মুন্সেফি পদ প্রাপ্ত হইতেছেন। বর্ত্তমান কালে মুন্সেফ শ্রেণীর অধিকাংশ ব্যক্তি বিদ্বান ও বুদ্ধিমান দৃষ্ট হইতেছেন, পূর্ব্বের ন্যায় অযোগ্য [illegible] মুন্সেফের সংখ্যা অতি বিরল হইয়া উঠিয়াছে। এক্ষণে মুন্সেফদিগের প্রতি সর্ব্ব প্রকার মকদ্দমা গ্রহণ করিবার ক্ষমতা দেওয়া হইয়াছে, ঐ পদের এই রূপ মান ও গৌরব বৃদ্ধি হওয়াতে, বিশ্ববিদ্যালয়ের উপাধি প্রাপ্ত ব্যক্তিরাও এই শ্রেণীতে প্রবেশ করিতে আরম্ভ করিয়াছেন। এরূপ স্থলে পূর্ব্বকার মুন্সেফদিগের যে ১০০ টাকা বেতন ছিল বর্ত্তমান মুন্সেফদিগের পক্ষে সেই বেতন যে অযথেষ্ট এবং নিতান্ত অনুচিত, তদ্বিষয়ে সন্দেহ কি? এবিষয় গবর্ণমেণ্টেরও অগোচর নাই, বিশেষ প্রধান সদর বিচারালয়ের বিচারপতিরা এতৎসম্বন্ধে গবর্ণমেন্টকে যে অনুরোধ করিয়াছেন বোধ করি তাহা নিষ্ফল হইবেক না।

২। পূর্ব্ব কালে সিবিলিয়ানদিগের সম্বন্ধে এই নিয়ম ছিল যে তাঁহারা প্রথমে এসিষ্টেন্ট [illegible], এসিষ্টেন্ট কালেক্টর ও জয়েন্ট ম্যা[illegible] রেজিষ্টরের কর্ম্ম করিতেন, তাহাতেই এই সকল [illegible] দ্বারা প্রথম হইতেই আদালতের [illegible] সর্ব্বপ্রকার কর্ম্ম শিক্ষা করিয়া [illegible] হইতেন। [illegible]

[illegible]

ত দুশ বুদ্ধিমান না হইতেন তাঁহাদিগের নিকট আমলার ক্ষমতা চিরদিন সমান থাকিত। এক্ষণে ১৮৫৯ সালের ১০ আইনে জমীদার ও প্রজার বিবাদ ঘটিত বহুতর দেওয়ানী মকদ্দমা কালেক্টরি কাছারিতে বিচার হইবার নিয়ম হওয়াতে সিবিলিয়ান এসিষ্টান্ট কালেক্টর ও ডেপুটি কালেক্টর এবং কালেক্টর সাহেবদিগের দেওয়ানী আদালতের কার্য্য শিক্ষার এক সদুপায় হইয়াছে বটে কিন্তু এতদ্দেশীয় ডেপুটি কালেক্টর ও ডেপুটি মাজিষ্ট্রেটদিগের দেওয়ানী সংক্রান্ত কার্য্য শিখিবার সদুপায় এবং ভবিষ্যতে দেওয়ানী আদালতের কর্ম্ম পাইবার নিয়ম না করা গবর্ণমেন্টের অবিচার হইয়াছে বলিতে হইবেক। ঐ ১০ আইনের ১৫৪ ধারাতে এই আদেশ হইয়াছে যে, ১৮৩৩ সালের ৯ আইন মতে যে সকল ডেপুটি কালেক্টর নিযুক্ত হন তাঁহাদের প্রতি যদি দেওয়ানি সংক্রান্ত কোন ক্ষমতা সমর্পিত হয় তাহা হইলে তাঁহারা এই আইন মতে বিচারপতির ন্যায় কোন আজ্ঞানুসারে কার্য্য করিতে পারিবেন না। ফৌজদারী ও পোলিসের কর্ম্ম এক্ষণে অধিকাংশ এতদ্দেশীয় বিচারকেরা [illegible] নির্ব্বাহ করিয়া- [illegible] আইন [illegible] দেওয়ানী আদালতের কার্য্য শিক্ষা [illegible]

বিচারের এবং ডেপুটীদিগের প্রতি এক্ষণে হইতেই ফৌজদারী এবং কালেক্টরী সংক্রান্ত মকদ্দমার বিচারের ভারার্পণ করা হয়, তবে ঐ নূতন ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর এবং মুনসেফেরা সকল বিষয়ে সুশিক্ষিত হইয়া পরিণামে সর্ব্ব প্রকারে যোগ্য ও পারদর্শী হইতে পারেন এবং তাহা হইলে ভবিষ্যতে কেবল দেশেরই উপকার নহে গবর্ণমেণ্টেরও আবশ্যক মতে সকল সময়ে সকল বিষয়েরই যোগ্য পাত্র অনায়াসেই পাইতে পারেন। যদি কেহ বিবেচনা করেন যে এরূপ নিয়ম হইবার সম্ভাবনা নাই তজ্জন্য ইহাও জানাইতেছি যে এক্ষণে প্রত্যেক জিলাতে প্রায় ৪।৫ টি করিয়া সব ডিবিজন হইয়াছে। ভবিষ্যতে সেই সকল সব ডিবিজন ভিন্ন অন্য স্থানে মুন্সেফের কাছারি হইবেক না। সব ডিবিজনের ডেপুটি কালেক্টর ও ডেপুটি মাজিষ্ট্রেট কি জাইণ্টমাজিষ্ট্রেটেরা ফৌজদারী ও কালেক্টরী সংক্রান্ত মকদ্দমা সকল মুন্সেফদিগের নিকট অর্পণ করিলে মুন্সেফেরা অনায়াসেই তাহার বিচার করিতে পারেন। আর যে সকল ব্যক্তির হস্তে পোলিসের ক্ষমতা থাকে ১০ আইন সংক্রান্ত মকদ্দমার বিচারের ভার তাঁহাদিগের প্রতি অর্পণ হইলে কি জানি যদি তাঁহারা তাহাতেও পোলিসের ক্ষমতা প্রকাশ করেন বোধ হয় ঐ আশঙ্কা ক্রমে গবর্ণমেণ্ট তাঁহাদিগকে শেষোক্ত মকদ্দমার বিচার করিতে ক্ষমতা দেন নাই। কিন্তু আমি দেখিতেছি ইহা কেবল মনুষ্যের চরিত্রের প্রতি নির্ভর করে, যখন সিবিলিয়ান কর্ম্মচারী দলের উপর গবর্ণমেণ্ট সে বিষয়ে সন্দেহ করেন নাই তখন অন্যদেশীয় কর্ম্মচারীদিগের প্রতি সে সন্দেহ করা সম্পূর্ণ অন্যায়। বিশেষতঃ এক্ষণে অনেক জিলাতেই স্বতন্ত্র পোলিস কর্ম্মচারী নিযুক্ত হওয়াতে পোলিসের প্রতি ফৌজদারী বিচারকদিগের কর্তৃত্ব নাই।

৩। এক্ষণে ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরদিগের [illegible] পরীক্ষায় [illegible] নিযুক্ত [illegible] আছে, [illegible]

পরীক্ষা দিয়াও উত্তীর্ণ হইতে পারিলেন না, অগত্যা যেন তাঁহারে পশ্চাৎ করিতে হইল. ইহাতে কেবল সেই ব্যক্তিরই বিশেষ [illegible] অপমান [illegible] নহে লোকে নিয়োগ কর্ত্তাকেও এজন্য নিতান্ত অবিবেচক বলিতে পারে। অধিকন্তু সেই অযোগ্য পাত্রের হস্তে কার্য্য থাকায় প্রতিবাদিদিগের যেরূপ অনিষ্ট হয় তাহা বলা যায় না; যদি ডেপুটি কালেক্টর ও ডেপুটি মাজিষ্ট্রেট এবং মুন্সেফ ও উকীলদিগের পরীক্ষার একই নিয়ম করা হয় তবে ভবিষ্যতে আর উক্ত প্রকার ঘটনা হইবার সম্ভাবনা ও বারংবার পরীক্ষা লইবার প্রয়োজন থাকে না। মুন্সেফদিগের যোগ্যতা দৃষ্টে জজেরা উত্তম রিপোর্ট করিলে যেমন তদ্দৃষ্টে তাঁহাদিগের পদ বৃদ্ধি হইয়া থাকে তেমনি কালেক্টর ও মাজিষ্ট্রেটেরা ডেপুটি কালেক্টর ও ডেপুটি মাজিষ্ট্রেটদিগের কার্য্য দৃষ্টে উত্তম রিপোর্ট করিলে তাঁহাদিগেরও পদ বৃদ্ধি হইতে পারে, এক্ষণেও তাহা না হইতেছে এমত নহে। গবর্ণমেণ্ট যদি বলেন সময়ে সময়ে অধিক পরিমাণে ডেপুটি কালেক্টর ও ডেপুটি মাজিষ্ট্রেটের আবশ্যক হইতে পারে; কিন্তু এরূপ পরীক্ষা লইলে পরীক্ষোত্তীর্ণ ব্যক্তির সংখ্যা সেরূপ না হইতে পারে এমত নহে, দেখা যাইতেছে যে মুন্সেফি কি অন্য যোগ্য পদ না পাওয়াতে পরীক্ষোত্তীর্ণ অনেক ব্যক্তিকে নানা আদালতে ওকালতি করিতে হইতেছে অথচ সেই সকল আদালতে এত অধিক উকীল আছেন যে উকীলের সংখ্যা কমিয়া গেলে আদালতের কর্ম্মের হানি হইবার সম্ভাবনা নাই। তবে বিশেষ কারণে পরীক্ষোত্তীর্ণ ব্যক্তির অপ্রাপ্য হইলে কর্ম্মদক্ষ বিশ্বাসী ও বুদ্ধিমান লোক বাছিয়া লইয়া বিনা পরীক্ষায় কোন কোন ব্যক্তিকে ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের পদে নিযুক্ত করিলে কোন হানি হইতে পারে না।

৪। যে সকল ব্যক্তি পূর্ব্বে [illegible] প্রাপ্ত হইয়া কার্য্য করেন [illegible] কেবল [illegible] পরীক্ষা দিয়া কি [illegible]

এরূপ নিয়ম নির্দ্দিষ্ট [illegible] রীক্ষোত্তীর্ণ ব্যক্তি [illegible] আদালতের উকিল [illegible] সেরেস্তাদারের [illegible] মতের যেরূপ [illegible] ও অনুরূপ [illegible] দ্যেক যে ঐ [illegible] র কার্য্যে [illegible] করি তাঁহাদিগের অধিক অবিচার।

৫। বিশেষ [illegible] দিলে আদালতের কোন ব্যক্তি [illegible] হইতে পারেন তা [illegible] নাই, আর প্রতি বিচারের [illegible] চাকরগণ [illegible] যোগ্য ব্যক্তি [illegible] সম্প্রতি যে ঐ [illegible] মকদ্দমার [illegible] ইহারা [illegible] দিগের প্রতি [illegible] কারণ এই যে আইন [illegible] তাহা [illegible] হার [illegible]

[illegible]

উক্তসংখ্যা ডেপুটী
ইত্যাদি পদ প্রাপ্ত
...
...সময়ে ইত্যাদি আদা-
...প্রতিবাদে
...স্বীকার
...কালে
...তাঁহারা ঐ
...রা বুদ্ধেরের কি
স্বীকার করিবেন
আদালতের কোন
কার্য্য স্বীকার করি-
গবর্ণমেন্ট ভবিষ্যতে
...আদালতের
...তাঁহাদিগকে স
...আমিনের কার্য্যে
...যাঁহারা ঐ কর্ম্ম
...। এমত স-
...পদ না দেও
...এক্ষণে আ-
করিতে হইবে
আদেশ করা
...তাঁহাদিগকে
...এবং প্রধান
...খ্যাতি লিখিয়া
...দিগের, সম-

...আর এত সং-
...এক্ষণে
...বিষয়

...১৫০ টাকা
...জিলার পোষ্ট
, এক্ষণে প্রত্যে
... সংখ্যা অধিক
...ক পোষ্ট আপ
...ক করিতে হয়,
...কোন পোষ্ট
[illegible]

আপিস তত্ত্বাবধান করিয়া থাকেন। দ্বিতীয় পোষ্ট আপিসে উপস্থিত হন, প্রায় বারমাস ত্রিশ দিন পথে পথে ভ্রমণ করেন, কখন কখন দৈব দুর্য্যোগে নিরাহারে গাছতলায় বসিয়া রাত্রি প্রভাত করেন। এই কর্ম্ম বাঙ্গালি ও ফিরিঙ্গি ব্যতীত ইউরোপীয় কোন ভদ্র সন্তানকে স্বীকার করিতে দেখা যায় না, বোধ করি এই কারণেই উক্ত ব্যক্তিদিগের বেতন অত্যল্প হইয়াছে। ইনিস্পেক্টিং পোষ্ট মাষ্টারদিগের ন্যায় পরিশ্রম ও ক্লেশ স্বীকার করিতে গবর্ণমেন্টের অন্য কোন কর্ম্মচারীর দে। যায় না, পোষ্ট আপিসের প্রধান কর্ম্মকর্ত্তাদিগের স বিবেচনার প্রতিও দৃষ্টি করুন। ইনিস্পেক্টিং পোষ্টমাষ্টারদিগের প্রমোসন পাইবার সময় উপস্থিত হইলে বাঙ্গালি বাবুরা বিশেষ যোগ্য ও পরিশ্রমশালী হইলেও ফিরিঙ্গিরা অগ্রে প্রমোসন পাইয়া থাকেন। কএক ব্যক্তি বাঙ্গালি ইনিস্পেক্টিং পোষ্টমাষ্টারের সহিত আমারে পরিচয় আছে। তাঁহারা ভদ্র সন্তান অতি সচ্চরিত্র এবং এরূপ বিদ্বান ও বুদ্ধিমান যে তাঁহাদিগের ন্যায় যোগ্য লোক অতি কম পাওয়া যায় ও বোধ করি সন্তান পৈতৃক ধনসম্পত্তি না থাকাতেই ঐ ভদ্র সন্তানেরা অত্যল্প বেতনে এরূপ পরিশ্রম ও কষ্ট স্বীকার করিতেছেন, ইহাঁদিগের অন্য কোন পদ পাইবার প্রত্যাশা নাই, বিচার কার্য্য ব্যতীত গবর্ণমেন্টের অন্য যে সকল কর্ম্ম আছে, তাহা ইহারা না পান কেন? যাহা হউক ইহাদিগের বেতন বৃদ্ধি করিয়া দেওয়া অতি কর্ত্তব্য। বস্তুতঃ ডেপুটী ইনিস্পেক্টিং দিগের পরিশ্রম ও ক্লেশ ইনিস্পেক্টিং পোষ্টমাষ্টারদিগের সহিত প্রায় তুল্য। ইহাঁদিগের দ্বারা দেশের যত উপকার হইতেছে গবর্ণমেন্টের অন্য কোন কর্ম্মচারী দ্বারা সে রূপ হইতেছে নহে, ডেপুটী ইনিস্পেক্টরেরা সকলেই বিদ্বান এবং কার্য্যে অযোগ্য ও অসৎ লোক প্রায় নাই। ইহাঁরা মাসিক ১৫০ একশত পঞ্চাশ টাকা বেতন পাইয়া থাকেন; ইনিস্পেক্টর সাহেবদিগের মাসিক বেতন ১৫০০ পঞ্চদশ শত টাকা, ন্যায় নহে, [illegible]

এবং মধ্যে মধ্যে ডাইরেক্টর জেনেরলকে পত্র লিখিয়া এই অধিক বেতন পরিশোধ করিয়া থাকেন. বস্তুতঃ যে শিক্ষা তদারক কি উন্নতির চেষ্টা তাহা সমুদয় ডেপুটী ইনিস্পেক্টরেরা করেন। এমত ব্যক্তিদিগের যথাযোগ্য বেতন বৃদ্ধি করিয়া দেওয়া কি গবর্ণমেন্টের কর্ত্তব্য নহে? সম্পাদক মহাশয়। এক্ষণে এতদ্দেশীয়দিগের ব্যবস্থাপক সভার সভ্যের ও প্রধানতম বিচারালয়ের বিচারকের পদ পর্য্যন্ত পাইবার নিয়ম হইয়াছে, গবর্ণমেন্ট কালেজের বাঙ্গালি শিক্ষকদিগের ভাগ্যে কি বরাবরই এক রূপ থাকিবে? প্রিন্সিপালের পদ পাওয়া দূরে থাকুক এপর্য্যন্ত কোন এক ব্যক্তি বাঙ্গালি শিক্ষককে কলেজের হেড মাষ্টরের পদ পাইতেও দেখা গেল না, অথচ ফিরিঙ্গিদিগের মধ্যে কোন ব্যক্তিকে কখন ইনিস্পেক্টর কখন কলেজের প্রিন্সিপাল কখন বা হেড মাষ্টর হইতে দেখা যায়, ফিরিঙ্গিরা কি বাঙ্গালি শিক্ষকদিগের অপেক্ষা বিদ্বান ও শিক্ষা সংক্রান্ত কার্য্যে যোগ্য?

বিবিধ সংবাদ।

১৯ এ কার্ত্তিক সোমবার।

গেজেটে প্রকাশ হইয়াছে, বাবু রামগোপাল ঘোষ বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভার অন্যতর সভ্যপদে নিয়োজিত হইয়াছেন। রামগোপাল বাবুকে প্রথমে ব্যবস্থাপক সভা গ্রহণ না করাতে আমাদিগের যে মনঃক্ষোভ জন্মিয়াছিল, তাহা দূর হইল। উনি এক জন যথার্থ যোগ্য পাত্র, ইহাঁর বিদ্যা বুদ্ধি ও বক্তৃতাদি শক্তিসমুদায় বঙ্গদেশের হিতসাধনের আন্তরিক ইচ্ছা আছে। উক্ত সভা বঙ্গদেশের লোক সংখ্যা ও প্রয়োজন বুঝিয়া এতদ্দেশীয় সভ্য গ্রহণ করিয়াছেন না কেন?

মেদিনীপুরে একটি স্মল কজ আদালত স্থাপিত হইয়াছে। মুন্সিফির পদে বাবু [illegible] নিযুক্ত হইয়াছেন।

[illegible]

সোমপ্রকাশ

"[illegible]"

৪ ভাগ। ৫০ সংখ্যা। | সন ১২৬৯। ২৫ কার্ত্তিক। ইং ১৮৬২। ১০ নবেম্বর | [illegible]

বিজ্ঞাপন।

গ্রাহকগণের প্রতি

গ্রাহকগণকে জ্ঞাত করিতেছি আশ্বিন মাস অতীত হওয়াতে অনেকের প্রদত্ত সোমপ্রকাশের মূল্য নিঃশেষিত হইয়াছে, কার্ত্তিক মাস অতীত হইলেও অনেকের মূল্য শেষ হইবে, অতএব তাঁহারা ত্বরা করিয়া মূল্য পাঠাইবেন। উক্ত মূল্য কলিকাতা সংস্কৃত কালেজে আমাদিগের নামে পাঠাইলেই আমরা নির্ব্বিঘ্নে ও শীঘ্র পাইব।

বিজ্ঞাপন।

শ্রীযুক্ত কালীপ্রসন্ন সিংহ মহোদয়
প্রণীত মহাভারত সংগ্রহের
অষ্টম খণ্ড ভীষ্ম পর্ব্ব
প্রচারিত হইয়াছে। নির্দ্দিষ্ট গ্রাহকগণ তাহা গ্রহণ করুন। যে সকল মহাশয় প্রথম, দ্বিতীয়, বা তৃতীয় খণ্ড মাত্র লইয়া গিয়াছেন আর আর খণ্ড লন নাই, তাঁহারা শেষ [illegible] সকল খণ্ড গ্রহণ করুন [illegible] পরে কোন [illegible] আর পাইবেন না।

[illegible] যোড়াসাঁকো [illegible] ২১ কার্ত্তিক [illegible] ১২৬৯ | শ্রীরাধানাথ বিদ্যারত্ন প্রধান বিতরিতা।

সোমপ্রকাশ।

২৫এ কার্ত্তিক সোমবার।

[illegible] বেদান্তবাগীশ ২৯ এ কার্ত্তিক বৈদিক শ্রেণীর কুলসম্বন্ধ ঘটিত [illegible] প্রেরিত পত্র পাঠাইয়াছিলেন, আমরা [illegible] সোমপ্রকাশে প্রচার করিলাম না। তাহার কারণ এই, আমরা প্রতিজ্ঞা করিয়াছি এবিষয়ের বিচারে প্রবৃত্ত হইয়া আর পাঠকগণের বিরাগ উৎপাদন করিব না। বেদান্তবাগীশের যদি এ বিষয়ের মীমাংসা করা অভিপ্রেত হয়, আমরা একটা সৎপরামর্শ বলি, শ্রবণ ও গ্রহণ করুন। উভয়ের একবাক্য হইয়া কলিকাতা সংস্কৃত কালেজের [illegible] জয়নারায়ণ তর্কপঞ্চানন, ভরতচন্দ্র শিরোমণি, প্রেমচন্দ্র তর্কবাগীশ এবং তারানাথ তর্কবাচস্পতি এই কয় মহোপাধ্যায় মহাশয়কে মধ্যস্থের পদে বরণ করা হউক। ইহাঁরা উভয়ের প্রদর্শিত শাস্ত্র ও যুক্তি শ্রবণ করিয়া যে মীমাংসা করিয়া দিবেন, তাহাই আমরা সোমপ্রকাশে প্রচার করিয়া দিব এবং তদনুসারী কার্য্যের আচরণে পরাঙ্মুখ হইব না। উপসংহার স্থলে পুনরায় কহিতেছি, মুখ বিচারে ফল নাই।

মারীভয়।

পাণ্ডুয়া প্রভৃতি স্থানের মারীভয় সংক্রান্ত দুই খানি পত্র আমাদিগের হস্তে আসিয়াছে। যথাস্থানে উহা প্রকটিত হইল। অন্যতর পত্র প্রেরক পীড়িত ব্যক্তিদিগের সাহায্যার্থ পাঠাইবা দিবার নিমিত্ত আমাদিগের নিকটে [illegible] টাকা পাঠাইয়াছিলেন, কিন্তু পীড়িতসাহায্যকারিণী সভাদিগের নাই, প্রতিনিধি হয়ও নাই, কোথায় পাঠাইব [illegible] প্রেরয়িতার নিকটে প্রতি [illegible] পত্রবাহে কলিকাতা ব্রাহ্ম [illegible] এবং শ্রীযুক্ত বাবু [illegible] বিষয়ে প্রধান উদ্যোগী [illegible] এবারে কাহাকে উদ্যোগী [illegible] দেবেন্দ্র বাবু এখানে [illegible] পীড়িত।

পত্র প্রেরকেরা [illegible] ছেন, অনেক স্থানে যথার্থ [illegible] উপস্থিত হইয়াছে [illegible] সব শক্তি অনুসারে [illegible] সাহায্য দান করা [illegible] কলিকাতা ও অন্য [illegible] এক্ষণে লাটসাহেবের [illegible] যুক্ত হইয়াছেন, তাঁহারা যদি [illegible] করিয়া দেশের পীড়িত স্থানে [illegible] রেন, তাহাদিগের যথেষ্ট উপকার হইবে। আমরা পূর্ব্বেও কহিয়াছিলাম পুনরায় কহিতেছি, পত্রপ্রেরকেরা [illegible] হইতে যে অর্থ সংগ্রহ করিতে পারেন, করুন, কিন্তু তাঁহাদিগের কর্ত্তব্য যে যে স্থানে মারীভয় উপস্থিত হইয়াছে, তত্রত্য লোকদিগকে এই পরামর্শ দেন যে তাঁহারা [illegible] সাহায্য লইয়া ডাক্তার [illegible] করিবার এবং গ্রাম পরিষ্কৃত রাখিবার [illegible]।

লাটসাহেবের সাহায্যার্থ [illegible] সভা।

র মাসে অত্রত্য টৌনহালে এক বৃহতী সভা হয়া গিয়াছে। সভার উদ্দেশ্য লা রেন্সের সাহায্য দান। সিক্রেটারি, কৌন্সিল মিম্বর, বণিক প্রভৃতি সর্ব্ববিধ ইউরোপীয় ও এতদ্দেশীয় হিন্দু, মুসলমান পারসী প্রভৃতি নানা জাতীয় লোক সভা স্থলে উপস্থিত হইলেন। গবর্ণর জেনরল ও লেপ্টেনন্ট গবর্ণরও আসন সভাকে অলঙ্কৃত করিয়াছি প্রধান লোক গমন করাতেই সজ্জা হইয়াছিল, এরূপ নহে, নাবিধ রঙ্গিল বসন ও কৃত্রিম সজ্জিত হইয়াছিল।

প্রথমে সভার উদ্দেশ্য ব্যক্ত তাহার পর ক্রমে ক্রমে লার্ড কতিকন্স গ্রাণ্ট ও ডফ সাহেব দীর্ঘ বক্তৃতা করেন। সভায় সাহেবগণের দয়া ও বদান্যতাশক্তির প্রচুর স্তুরাইসেই সেই বক্তৃতার মুখ্য উদ্দেশ্য। সে উদ্দেশ্য সিদ্ধ হইয়াছে। সকল দুই মনে তৎকালে লাক্কেশায়েরের বিপদাপন্ন ব্যক্তিদিগের দুঃখে দুঃখ বোধ ও তদ্দুঃখ বিনাশের ইচ্ছা জন্মে। সকলেই বক্তৃতা শ্রবণ করিয়া উজ্জীবিত ও উৎসাহিত হন। লার্ড এলগিন বক্তৃতা কালে এই অনুরোধ করেন কেউ উত্তর পশ্চিম প্রদেশে দুর্ভিক্ষ সময়ে যে ধন সঞ্চিত হইয়াছিল, তাহার অবশিষ্ট যে টাকা আছে, তাহা লাঙ্কেশায়েরে পাঠাইয়া দেওয়া হয়। তাঁহার বদি প্রেরণ করিয়া ধন সংগ্রহ প্রস্তাব এবং সেই ধন রক্ষার্থ কতক ব্যক্তিকে মনোনীত করিয়া [illegible] পর সভাভঙ্গ করা হইল।

[illegible] একখানি অভিনন্দন [illegible]

ঠকগণের গোচর করিয়াছি। সর চারলস উডকে পদচ্যুত করা "শ্রীবৃদ্ধিকারি দলের" একান্ত পণ হইয়াছে। ফলতঃ ঐ দল তাঁহাকে "পেচাকে" করিয়া তুলিয়াছেন। উঁহাদিগের বাক্যে বিশ্বাস করিয়া ইংলণ্ডের অনেক প্রধান লোকেরও এইরূপ সংস্কার হইয়াছে যে ভারতবর্ষস্থ কি ইউরোপীয় কি এ দেশীয় সকল লোকে রই সর চারলস উডের কার্য্যের প্রতি আন্তরিক বিরাগ জন্মিয়াছে। এরূপ সংস্কার জন্মিবার একটী বিশিষ্ট কারণও আছে। চারলস উড মহীসুরের রাজকুমারদিগকে ৫০ লক্ষ টাকা দিলে পর এ দেশীয়েরা শ্রীবৃদ্ধিকারিদলপ্রতারিত হইয়া টৌনহালের সভায় ঐকমত্যে ঐ কার্য্যের যে প্রতিবাদ করেন, চতুর শিরোমণি শ্রীবৃদ্ধিকারি দল একণে তাহাই এ দেশীয়দিগের বিরাগ লক্ষণ বলিয়া প্রমাণ দিয়া [illegible]ছেন।

যাহা হউক, ইংলণ্ডের প্রধান ব্যক্তিদিগের উল্লিখিত অমূলক সংস্কার থাকা ভাল হইতেছে না। তাহাতে ভারতবর্ষের সবিশেষ অনিষ্ট ঘটিবার সম্ভাবনা আছে। যাহাতে ঐ সংস্কারটি দূরীভূত হয়, এরূপ চেষ্টা করা অতিশয় আবশ্যক। ভারতবর্ষের সমুদায় প্রেসিডেন্সির লোকে এই সময়ে একবাক্য হইয়া সর চারলস উডকে অবিলম্বে এক খানি অভিনন্দনপত্র প্রদান করুন। তাহা হইলেই এ দেশের লোকেরা উক্ত সেক্রেটারির প্রতি অনুরক্ত কি বিরক্ত ইংলণ্ডীয়েরা অনায়াসে বুঝিতে পারিবেন।

সর চারলস উড এ দেশীয়দিগের কৃতজ্ঞতা প্রদর্শন ও অভিনন্দন পত্র লাভের যোগ্য পাত্র সন্দেহ নাই। ভারতবর্ষীয়েরা যে অনায়াসে অত্রত্য ব্যবস্থাপক সভায় প্রবেশ হইয়াছেন, সে কাহার অনুগ্রহে? [illegible]

লেন, তাহার অনুকূল কারণ কে? কোন্ ব্যক্তি যত্নবান হইয়া এতদ্দেশীয়দিগকে বহু অনর্থমূল কণ্ট্রাক্ট বিল হইতে রক্ষা করিতেছেন? এদেশীয় পদচ্যুত রাজগণ ও প্রধান ব্যক্তিদিগের প্রার্থিত পূরণ করিয়া মনঃক্ষোভ দূর করা প্রধান উদ্দেশ্য কাহার? [illegible] নীলকর বিবাদ কালে কোন ব্যক্তি [illegible] দিগের বক্তৃতা করিয়াছিলেন? ভারতবর্ষে সর্ব্বস্থলে চিরস্থায়ী বন্দোবস্ত হয়, এ আন্তরিক ইচ্ছাটী কার? পতিত ভূমি বিক্রয় [illegible] দ্বারা এ দেশীয়দিগের সকলে স্বত্বলোপ ও অনিষ্ট হইবার যে সম্ভাবনা হইয়াছিল কে বা তন্নিবারণ করিয়াছেন? এক সর চারলস উডের নাম নির্দ্দেশ করিলেই এই প্রশ্ন গুলির সদুত্তর হইবে সন্দেহ নাই। যে ব্যক্তি এ দেশের এমন হিতৈষী, তিনি কি অভিনন্দন পত্র লাভের যোগ্য পাত্র নহেন?

সর চারলস উড ও কণ্ট্রাক্ট বিল।

যে ব্যক্তি সুরাপানাদিরূপ [illegible] ব্যসনে আসক্ত হয়, গুরুজনের [illegible] কারণ বশতঃ তাহার তৎ পরিত্যাগে চেষ্টা করিলে সে যেমন এককালে তত্ত্যাগে সমর্থ না হইয়া একবার এ মাদক দ্রব্য সেবন, একবার ও মাদক দ্রব্য সেবন করিয়া অস্থিরচিত্ততা প্রদর্শন করে, কণ্ট্রাক্ট বিল লইয়া অত্রত্য [illegible]গুলি ইউরোপীয়ের সেইরূপ দশা ঘটিয়াছে। ঐ বি[illegible] তাঁহাদিগের ব্যসন স্বরূপ হইয়াছে। [illegible]হারা কোনরূপেই উহার মোহিনী শক্তি বিস্মৃত হইতে পারিতেছেন না। সর চারলস উড বীডন সাহেবের কণ্ট্রাক্ট বিল অগ্রাহ্য করিলেন, তিনি [illegible] হেব তাহাকে তৎক্ষণাৎ দেওয়ানী সংক্রান্ত করিয়া ব্যবস্থাপক সভায় উপস্থিত করিলেন, কিন্তু তাহাও সর চারলস উডের শাণিত অস্ত্রের মুখে পতিত হইয়াছে। তিনি তাহা মুক্তি [illegible]

[illegible]

সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু।

[illegible]

মান্যবর সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু।

আপনকার [illegible] কার্ত্তিকের সোমপ্রকাশ পাণ্ডুয়ার অনেক গ্রামের বিবরণ পাঠ করিয়া আন্তরিক হর্ষ [illegible] হইয়াছিলাম। সংপ্রতি [illegible] পর্যটন পূর্ব্বক তথায় গমন করিয়াছিলাম। পাণ্ডুয়া বহুকালাবধি মুসলমানদিগের প্রসিদ্ধ আবাসস্থল, ইহার লোকসংখ্যা প্রায় ৫০০০, তন্মধ্যে হিন্দু দিগের [illegible] অল্প এবং মুসলমান দিগের মধ্যে অনেকেই [illegible] কি ঐ [illegible] নগর [illegible] কোথাও এত দুষ্ট হয় না। [illegible] নিকট [illegible] দেখিয়া চমৎকৃত হইলাম। [illegible] নির্ম্মিত হইয়া [illegible] অবিকল [illegible]

[illegible]

[illegible] যে তেঁতুল ও বাঁশ [illegible] আর কোন বন নাই। [illegible] পুষ্করিণী আছে [illegible] এমন গ্রাম নাই যেখানে [illegible] না হয়, অতএব ঐ সকল দূরীকৃত না করিলে [illegible] আবশ্যক [illegible] না। [illegible] বাবু আমার কৌতুকাক্রান্ত [illegible] আমাকে পাড়ায় পাড়ায় [illegible] গেলেন। মহাশয়! এই সকল [illegible] দেখিলে [illegible] বিদীর্ণ হয়। কোথাও [illegible] পতিত হইয়াছে, কোথাও [illegible] পুষ্করিণীর চতুঃপার্শ্বে [illegible] হইতেছে, কোথাও [illegible] লোকে [illegible] পীড়াতে [illegible] হইয়া [illegible] সকল [illegible]

[illegible]

১৭ কার্ত্তিক ১২[illegible] সাল।

[illegible]

[illegible]

কার্য্য [illegible] অধিক হইবার কারণ [illegible] আদায় হইব [illegible]

২২এ কার্ত্তিক [illegible]

[illegible] ২০০০ টাকা [illegible]

ইংলিসমান বলেন, [illegible]

[illegible]

নিকায় [illegible] ভারতবর্ষে আসিয়াছেন, তাহাদিগের [illegible] কথা কি ?

২৩এ কার্ত্তিক শনিবার।

[illegible] একটি বিদ্রোহ হইয়াছে। ইহাতে ইউরোপীয় ও কিরি [illegible] বালকেরা [illegible] গবর্ণমেণ্ট তাহাদিগের ৭,৫০০ টাকা [illegible]

[illegible] কেন বলেন, [illegible] এক [illegible] করিয়া [illegible] সিবিলিয়ান মাজিষ্ট্রেট [illegible] বঙ্গদেশীয় লেপ্টেনাণ্ট গবর্ণর এ [illegible] বাসেন না।

[illegible] বলেন প্রধানতম বিচারালয়ের আপীল আদালতের (পূর্ব্বতন সদরের) [illegible] সহায়তার জন্য দুই সহস্র টাকার অধিক চার্জ করিয়াছেন।

নিম্ন লিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ বিক্রীত হইয়াছে।

৪ টাকার নিক্ষা	৮৯—৯০।
[illegible] কোম্পানির	৯৩ —৯০৫
৫ টাকার ঐ	১০৪—১০৪।
৫॥ টাকার ঐ	১১২—১১২।৶

ব্যবস্থাপক সভা।

[illegible] করিলেন।

[illegible]

ইউরোপীয়

[illegible] অক্টোবর [illegible]

[illegible]

গবর্ণমেণ্ট বি

[illegible]

২৭এ অক্টোবর—[illegible]

[illegible]

অন্য কথা

[illegible] অবিভক্ত উৎকৃষ্ট প্রথা হইলাম আপনাদি ব্যক্ত আভাসী পুনরায় এ বি- ষয় প্রকাশ করিব। চারলস উড উক্ত [illegible]লের মূল যুক্তি ধরিয়া যেরূপ বিচারপক্ষ [illegible]াছেন, [illegible] দেখিলে স্পষ্ট প্রতীয়মান [illegible]ে, তিনি এদেশের আদালতের অবস্থা, [illegible] বুদ্ধিজীবিদের মনের ভাব এবং ঐ [illegible]ইন বিধিবদ্ধ হইয়া প্রচলিত হইলে এদে[illegible]র যে অনেক অনিষ্ট ঘটিবে, তাহা স্পষ্ট [illegible]প বুঝিয়াছেন। আমরা পূর্বে যে কথা [illegible]হিয়াছিলাম, উক্ত দারুণ বিল বিধিবদ্ধ [illegible]লে এক্ষণে কন্ট্রাক্ট প্রথা উঠিয়া যা- [illegible], তিনিও সে শঙ্কা করিয়াছেন। তাঁ- [illegible] এক প্রকার স্পষ্টাক্ষরেই কহা হইয়া- [illegible], যে মূল যুক্তি অবলম্বন করিয়া ঐ [illegible]টনের প্রস্তাব করা হইয়াছে, তাহা [illegible] নহে। বোধ কর, এক ব্যক্তি এক [illegible] জুৱা করিয়া দিবে বলিয়া কিছু [illegible] লইয়া কোন দৈব প্রতিবন্ধক বশতঃ [illegible] পারিল না, কিন্তু বাদপক্ষ প্রমাণ [illegible]রিয়া দিলেন, যে দুষ্টতা করিয়া জুৱা- [illegible] নাই, বিচারকর্তা তাহার প্রতি এক [illegible]সরের কারাবাসের আদেশ করিলেন। [illegible]ার তুল্য যুক্তিবিরুদ্ধ অসঙ্গত আইন [illegible]ার কি হইতে পারে? চারলস উড ক- [illegible]ন, কোন রাজ্যের কোন আইনে এরূপ [illegible]ই।

পুরুষোত্তম [illegible] প্রস্তাব

আমাদিগের [illegible] পুরুষোত্তম [illegible]

[illegible] উৎকৃষ্ট প্রস্তাব [illegible] দোষ বিবেচ- পূর্বক তদনুসরণ করা [illegible]দিগের অবশ্য কর্তব্য। প্রস্তাব গুলি নিম্নে প্রকাশিত হইতেছে।

১। [illegible] রহিত করা এবং ভা- রতবর্ষের উৎ[illegible] সভার [illegible] ডিকিন্সন সাহেবের প্রস্তাবানুরূপ ভারত- বর্ষীয় যাবতীয় বাণিজ্য দ্রব্যের একবিধ শু- ল্ক স্থাপন করা।

২য়। এতদ্দেশীয় যোগ্য ব্যক্তিদিগের চিহ্নিত চি[illegible]কেৎসকের পদ লাভ।

৩য়। এতদ্দেশীয়দিগের সিবিল সা- র্বিসে প্রবেশ।

৪র্থ। যে সকল জমীদারকে অন্যায় ক- রিয়া জমীদারি হইতে বঞ্চিত করা হই- য়াছে, তাঁহাদিগের তাহার পুনঃ প্রাপ্তি।

৫ম। যে কাণ্ট্রাক্ট বিল বিধিবদ্ধ হই- লে ভারতবর্ষীয় কৃষকদিগকে নীলকর প্র- ভৃতির ক্রীত দাসের ন্যায় হইতে হইবে তাহা বিধিবদ্ধ হইতে না পায়।

৬ষ্ঠ। এতদ্দেশীয় জমীদারদিগকে অ- বৈতনিক মাজিষ্ট্রেটের পদে নিয়োগ।

ইহার মধ্যগত দুটি প্রস্তাব আমাদিগের অনুমোদনীয় হইতেছে না। এক, যে সকল জমীদারকে অন্যায় করিয়া সম্পত্তি হইতে বঞ্চিত করা হইয়াছে, তাঁহাদিগের বিষয়ে মহাসভায় আবেদন করা অনাবশ্যক। কা- হার প্রতি যথার্থ অন্যায় হইয়াছে, যদি এরূপ প্রমাণ হয়, অবশ্য দেওয়ানী আ- দালতই তাহার মীমাংসা করিবেন। তজ্জ- ন্য [illegible] প্রয়োজন কি? যদি [illegible] [illegible]

[illegible] ভারতবর্ষের [illegible]

[illegible] প্রস্তাব অ[illegible] [illegible] বিলক্ষণ [illegible] কি যে [illegible] [illegible]ে [illegible] হইবে। [illegible] [illegible] মহাসভায় [illegible] [illegible] চি[illegible] [illegible] [illegible] [illegible] যে এ দেশের কৃষক[illegible] [illegible] হইলে [illegible] সকলের [illegible] [illegible] করিতে [illegible] ও ভারতবর্ষ[illegible] [illegible] [illegible]

[illegible] ঐপ [illegible] হইলে [illegible] খুলিবে- [illegible] ব্যক্তিকে [illegible] অবশ্যই [illegible] হইয়াছে তা- [illegible] প্রভাব আর [illegible] যাইতেছে। শ্রীবৃদ্ধিকারি [illegible] বিষয়ে কুকার্য্য [illegible] দিগের এখানে কত [illegible] লোক আছে। এখানে [illegible] কথা কহিয়া থাকিতেছেন, [illegible] অবস্থা প্রধান পুরুষদি [illegible] আনুকূল্য আকৃতি ও [illegible] কৌশল ও উপায় [illegible] করিয়া লইয়াছেন। [illegible] তাহাদিগের [illegible] এদি [illegible] পূর্ব্বোক্ত হই [illegible] দিকে [illegible] কিন্তু [illegible] যদি [illegible] [illegible] করিতে [illegible] শ্রীবৃদ্ধিকারি [illegible] আর্য্যবর্ত্তের অনিষ্ট [illegible] কোনরূপেই কুকার্য্য হই-

হইয়াছে, সেই ব্যক্তি হুজাইয়াদিগের মুখে [illegible] বিত [illegible] এক আচার প্রেরণ করিয়া কন্যুথকে [illegible] করিবার চেষ্টা করিতে- ছেন; যদি কন্যুথ যথার্থ ন্যায়পরায়ণ হন, তিনি [illegible] শিষ্টতা পরিত্যাগ করিয়া [illegible] [illegible] এই কথা কহিবেন "যদি তো- মাদিগের [illegible] প্রদর্শন করিবার অবসর থাকে, যে ৩০ লক্ষ লোক (আমেরিকার ক্রীত দাস) শৃঙ্খল বদ্ধ হইয়া গো মেষ [illegible] ন্যায় তোমাদিগের কর্ষণ বহ- [illegible] সম্পাদন করিতেছে, তাহ [illegible] প্রতি সেই দয়া প্রকাশ কর; আমি স্বদেশ [illegible] হইয়াছি, যথার্থ বটে, কিন্তু আমি শৃঙ্খলবদ্ধ নহি। * * * * ক্রুরের [illegible] আমাকে রক্ষা করিতেছেন। * * * আমি বরং তোমাদিগের প্রতি দয়া প্রকা- শ করিবার অনুরোধ করিতেছি, তোমরা দক্ষিণ দিকে (দক্ষিণ কারোলিনার দাস [illegible] প্রতি) দৃষ্টিপাত কর।" উক্ত [illegible] আরো কহিয়াছিলেন "যে ব্যক্তি [illegible] ক্রীতদাসস্বামিদিগের অতিথি হইয়া [illegible], আমি তাঁহাকে যথার্থ স্বদেশ হিতৈষী বলিয়া গণনা করি না।"

[illegible] এই ম'র্ষ বাক্যগুলির অ- [illegible] "আর্য্যবর্ত্তের শ্রীবৃদ্ধি" [illegible] পূর্ব্ব শব্দ গুলি নিরন্তর আমা- দিগের [illegible] প্রবেশ করিতেছে। [illegible] যে সকল ব্যক্তি এ দেশীয়দিগের [illegible] ও কৃষকদিগের স্বাধীনতা [illegible] কাড়িয়া [illegible] তাহাদিগকে [illegible] অধীন করিয়া [illegible] চেষ্টা পাইতেছে, তাহারা [illegible] বর্ষের কি প্রকার [illegible] কোম্ [illegible]

[illegible]

আর্য্যগণের উপকারী হইতেছে, এখন কোন ব্যক্তি আড়ম্বর করিয়া বলিতে পা- রেন, তাঁহাদের উন্নতি হইতেছে; কোন সহৃদয় ব্যক্তি কয়েক জন নিরয় নীলকর ও চা-করের খাতিরে আর্য্য- বর্ত্তের শ্রীবৃদ্ধি বলিয়া গণনা করিতে উৎ- সাহী হইবেন?

অধ্য প্রমাণ এই প্রসঙ্গ উপস্থিত করা হইয়াছে, যে গত—গত জুলাই মাসে হি- ন্দুপেট্রিয়টের আসামস্থ সংবাদদাতা লি- খিয়াছিলেন, মিচেল নামে এক জন সহকারী চা-কর কর্মচারী আপনার অধী- নস্থ এক মজুরকে এক দিবস আন্তরিক প্র- হার করে এবং ঐ দিবস তাহাকে এক গু- দামের মধ্যে বদ্ধ করিয়া রাখে। [illegible] সুপারিন্টেন্ডেন্ট নিবসনের সম্মতি ক্রমে পর দিবস তাঁহাকে যাবতীয় মজুরের সম- ক্ষে আনয়ন করা হইল এবং এক গাছ মোটা বেত আনিয়া তাহাকে প্রহার করি- তে আরম্ভ করা হইল। কিয়ৎক্ষণ পরে বেত ভাঙ্গিয়া গেল। তৎক্ষণাৎ একটা কোড়া আনয়া হইল। আবার বিষম চাবুক প্রহারে মজুর অচৈতন্য হই। পড়িল। মিচেল মনে করিল, মজুরির প্রাণ বি- য়োগ হইয়াছে। তাহার মৃতদেহ সমাহিত করিবার অনুমতি হইল। কিন্তু কিয়ৎক্ষণ পরে দেখা গেল, তাহার প্রাণ বিয়োগ হয় নাই। ক্রমে চৈতন্য হইয়া মজুর কিঞ্চিৎ সুস্থ হইলে তাহাকে আসাম কোম্পানির জমিদারী হইতে [illegible] করিয়া দেওয়া হইল। [illegible] তাহার [illegible] [illegible] [illegible] ছিল, [illegible] কমি

[illegible]

আসামের চা কর, হিন্দুপেট্রিয়ট ও [illegible]।

[illegible] অব্দে কন্যুথ, কাসাপা [illegible] স্বদেশহিতৈষী ব্যক্তিরা মাতৃভূমি স্বা- [illegible] স্থাপনে অপারগ ও পরা- [illegible] পলায়ন করিলে তুই- [illegible] প্রভৃতি আমে- [illegible] কন্যুথকে আমেরি- [illegible] করেন। তা- [illegible] এক ব্যক্তি [illegible] করিয়াছি- [illegible] মধ্যে [illegible]

[illegible]

...তের বাহিরের অবস্থা এখন কি করিবেন: এবং অপরাধ কি আমাদিগের কাছে প্রকাশ পাইতেছে?

বাবু [illegible] নামক একজন পণ্ডিতই প্রথমে ব্রাহ্ম ধর্ম অবলম্বন করিলেন। প্রথমে বাবু [illegible] দত্ত, পরে হরচন্দ্র দত্ত সপরিবারে খ্রীষ্টান হইয়াছিলেন, সম্প্রতি বাবু গোবিন্দচন্দ্র দত্ত উক্ত ধর্ম অবলম্বন করিয়াছেন। আমরা শুনিয়াছি, কর্ত্তাদিগের এ বিষয়ে বিবাদ ছিল। উক্ত ব্যক্তিদিগের এটী দৈব দুর্ভোগ।

[illegible] বলেন, তত্রত্য [illegible] দিগের [illegible] অথবা তাহাদিগের সম্পত্তি নীলাম করিবার জন্য বোর্ড এক আজ্ঞা প্রকাশ করিয়াছেন। এক্ষণে [illegible] প্রভৃতি যে কর হইবে, তাহা বোর্ড সাধারণ [illegible] জেলার আজ্ঞা দেন। কিন্তু উহাতে [illegible] [illegible] তত্রত্য [illegible] বঙ্গদেশের [illegible] কার্য্য [illegible] জন্য নিঃ[illegible] করিবার জন্য বোর্ড কে অনুরোধ করিয়াছিলেন, [illegible] অনুরোধ রক্ষা করিবে [illegible] হইতেছে না [illegible] রাজনীতিজ্ঞ [illegible] আমরা [illegible] হইয়াছি। এই [illegible] [illegible]

[illegible]

...কে অনুরোধ করেন [illegible] যে [illegible] করিবেন, [illegible] ২৫ টাকা জরিমানা হইয়াছে। [illegible] গবর্ণমেন্ট [illegible] রোগী [illegible] কারণ [illegible] হইয়াছে। [illegible] হইতেছে [illegible] লোকের [illegible] সেই বিবাদে [illegible] নিয়োজিত [illegible] পোষ্ট [illegible] [illegible]

[illegible]

[illegible]

প্রায় ঊনত্রিশ লক্ষ, গবর্ণমেণ্ট কেবল ৮৫,০০০ টাকা দিয়াছেন।

উক্ত পত্র রাজপুতানায় [illegible] যুদ্ধ ঘটিবার শঙ্কা করিয়াছেন। উভয় পুরের রাজা অপ্রাপ্ত বয়স্ক বলিয়া তাঁহার পিতৃব্য তদীয় সিংহাসন বলপূর্ব্বক গ্রহণ করিয়াছেন। দেশের লোকেরা অপহরণকারীর সহায়তা করিতেছেন। বালকরাজা ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের রক্ষিত ব্যক্তি, তাঁহাকে সিংহাসনে পুনর্ব্বার স্থাপনার্থ নিমচ হইতে একদল সেনা প্রেরিত হইয়াছে। অপহারক শ্রী জি যুদ্ধে যে রাজ্য ছাড়িবে এরূপ বোধ হইতেছে না। [illegible] একটী অন্যায় কার্য্য করিয়া উঠেন, তাঁহার অন্যায় প্রবৃত্তি [illegible] হয়।

[illegible]

উইলিয়ম [illegible] আফিসের [illegible] প্রধানতম [illegible]। তাহার [illegible] হইয়াছে। [illegible] কি [illegible] আইন আছে?

[illegible] হইবার কথা হইয়াছে। [illegible] হইয়াছে [illegible]

[illegible]

সোমপ্রকাশ

"সমর্বসী মাতাসিদ্ধিলাভ প্রার্থিন: সরস্বতী বুদ্ধিমতী ন [illegible]।"

৫ ভাগ।—৫৩ { ১ সংখ্যা। ২১ } সন ১২৬৯। ৩ অগ্রহায়ণ। ইং ১৮৬২। ১৭ নবেম্বর { অগ্রিম মূল্য [illegible] অগ্রিম বার্ষিক [illegible] }

বিজ্ঞাপন।

গ্রাহকগণের প্রতি।

গ্রাহকগণকে জ মাস যাইতেছে, আশ্বিন অতীত হওয়াতে অনেকের প্রদত্ত সৌ বাদের মূল্য নিঃশেষিত হইয়াছে, কার্ত্তিক অতীত হইলেও অনেকের মূল্য শেষ, অতএব তাঁহারা দয়া করিয়া মূল্য পাঠান। উক্ত মূল্য কলিকাতা সংস্কৃত যন্ত্রে আমাদিগের নামে পাঠাইলেই আমি নির্দ্দিষ্টে ও শীঘ্র পাইব।

বিজ্ঞাপন।

চাঙ্গড়িপোতা নিবাসী শ্রীযুক্ত চন্দ্রশেখর দেবের পুত্র শ্রীযুক্ত কালীকুমার সিংহ অদৃশ্য হইয়াছে। ইহার বর্ণ গৌর বয়ঃক্রম ২২ বৎসর, দক্ষিণদিগের স্কন্ধের নিকট টি ছোট আঁচিল আছে। যদ্যপি কেহ লক্ষণাক্রান্ত ব্যক্তির অনুসন্ধান করিয়া সোমপ্রকাশ সম্পাদকের নিকট সংবাদ দিতে পারেন, তাঁহাকে ২৫ টাকা পুরস্কার দেওয়া যাবে।

সোমপ্রকাশ।

৩রা অগ্রহায়ণ, সোমবার।

অদ্য জগদীশ্বরকে ধন্যবাদ দিবার ও পাঠকগণের নিকটে কৃতজ্ঞতা প্রকাশ করিবার দিন উপস্থিত হইয়াছে। জগদীশ্বর কৃপা ও পাঠকগণের উৎসাহ দানে ষষ্ঠ ও পরিবর্দ্ধিত হইয়া সোমপ্রকাশ [illegible] পাঁচ বৎসরের হইল। আমরা অনেকে ইহার আয় ব্যয় ও উন্নতি প্রকৃতির বিষয় অবগত হইবার নিমিত্ত নিতান্ত উৎসুক দেখিতে পাই। পাঠকগণের সেই কৌতূহল নিবারণ করাও আমাদিগের অবশ্য কর্ত্তব্য। আয়গণনায় সম্পাদকের সবিশেষ যত্ন নাই। আয় অধিক হউক, আর অল্প হউক, সম্পাদক সাধ্যানুসারে পরিশ্রম করিয়া যাবজ্জীবন সোমপ্রকাশ প্রচারণরূপ অঙ্গীকৃত ব্রত প্রতিপালন করিবেন, এই তাঁহার প্রতিজ্ঞা। অতএব আয়ের বিষয় জানিয়া পাঠকগণের বিশেষ ইষ্টলাভ নাই। তবে তাঁহারা এই মাত্র জানিয়া রাখুন, যত আয় বৃদ্ধি হইবে, ততই ইহার শ্রীবৃদ্ধি তাঁহাদিগের নয়নগোচর হইবে। ব্যয়ের বিষয়ে বক্তব্য এই, সোমপ্রকাশের নিত্য ও নৈমিত্তিক ব্যয় নিতান্ত অল্প নহে। গ্রাহকগণের কৃপায় সচ্ছন্দে তাহা চলিয়া যাইতেছে। বোধ হয়, এবিষয়ে কোন বাঙ্গালা সম্বাদপত্র সোমপ্রকাশের ন্যায় সৌভাগ্যশালী নয়। এস্থলে গ্রাহকগণের একটী গুণের বিশেষ বিশেষ করিয়া উল্লেখ না করিয়া মৌনাবলম্বন করা বিধেয় হইতেছে না। সোমপ্রকাশের গ্রাহকদিগের প্রায় কেহই মূল্যদানে কাতরতা, কৃপণতা অথবা ঔদাসীন্য প্রদর্শন করেন না। এ স্থলে আর একটী গুণেরও উল্লেখ করা আবশ্যক, যাঁহারা একবার গ্রাহক হন, তাঁহারা আর ইহাকে প্রায় পরিত্যাগ করেন না।

উন্নতি বিষয়ের বিচারকর্ত্তা আমরা নহি. অপক্ষপাতী পাঠকগণই তাহার যথার্থ বিচারকর্ত্তা. তাঁহাদিগের এ বিষয়ের বিচারের অধিকারও আছে। [illegible] আমরা এই মাত্র বলিতে পারি, [illegible] প্রকাশ যেমন [illegible] কীটের ন্যায় [illegible] বংশী ও ব্যাধিপীড়িতের [illegible] ন্যায় চিররুগ্ন ও দুর্ব্বল নহে। [illegible] সকল নিদর্শন বলিষ্ঠ ও সুস্থ [illegible] লক্ষিত হইতেছে। [illegible] পদারূঢ় হইবে, তাহার সম্পূর্ণ [illegible] রাছে। পাঠকগণ যদি [illegible] স্বীকার করিতে চাহেন, আর [illegible] তিলক্ষণ এই, অনেকে ইহার [illegible] করিয়া ঈর্ষ্যান্বিত হইয়াছেন। [illegible] সর্ব্বদাই দোষানুসন্ধান করিয়া থাকেন। তাঁহারা যে অভিপ্রায়ে দোষ সন্ধান [illegible] তাহা মহোপকারের নিমিত্ত হইতেছে। ইহা কৃতজ্ঞচিত্ত হইয়া সেই সম দোষের যত সংশোধন চেষ্টা করিতেছে ততই ইহার উন্নতিলাভ হইতেছে। অপর উন্নতি লক্ষণ এই, সোমপ্রকাশে যখন যে বিষয়ে যে অভিপ্রায় প্রকাশ করা হয়, তাহ বিশুদ্ধ যুক্তির অনুসারেই ব্যক্ত করা হইয়া থাকে, তাহাতে ব্যক্তি, সম্প্রদায় অথবা জাতিবিশেষের অনুরোধ বা মুখাপেক্ষা নাই। তাহাতে অনেকে সোমপ্রকাশের উপর যার পর নাই কুপিত হইয়াছেন ইহা অনাদরের হইলে কখন লোকে কোপে পতিত হইত না। লোকের কোপ উন্নতির লক্ষণ, ইহা সুপ্রসিদ্ধ বাক্য নহে

...রেরা ঐ সব কতকগুলি ইউরোপীয়কে ...টাকা। ইহারা দেখ... ...প তাঁহাদিগের স্মরণ হইতেছে, সোম- ...এই বর্ণের লণ্ডনস্থ সম্বাদদাতা একবার ...র চাহিয়াছেন এবং ইণ্ডিয়ান মিররের ...লণ্ডনস্থ সম্বাদ দাতা যে দিন লিখিয়াছেন, ...দেশস্থ ইউরোপীয়ের ও লণ্ডনস্থ ইউরো- ...দের বহু বৈলক্ষণ্য লক্ষিত হয়। এ দেশে ...র্য যাঁহারা আইসেন, তাঁহার অধিকাংশ ভারত ...ভূমিতে পদার্পণ করিয়াই নিতান্ত দুরা ...ন্যায় ব্যবহার করিয়া থাকে। এদে- ...শী লোকের প্রতি তাহাদিগের গর্ব্বিত ...ক ও রূঢ় ব্যবহার দেখিয়া ঘৃণা জন্মে। ...স্বদেশে, ইউরোপখণ্ডে ইহার সম্পূর্ণ বৈ- ...রীত্য দৃষ্টিগোচর হয়। তত্রত্য ইউরো- ...দিগের অমায়িক ভাব; শান্ত প্রকৃতি ...র ব্যবহার দর্শন করিয়া অন্তঃকরণ ...সে একান্ত আর্দ্র হইয়া যায়।

...প বিপরীত ভাব দর্শনের কারণ ...? ইউরোপখণ্ড কি স্বর্গ ধাম? মনুষ্য- ...চের নিকৃষ্ট প্রবৃত্তি সকল কি তথা হই- ...অন্তর্হিত হইয়াছে? তথায় কি কেবল ...নিত্য আনন্দ ও অমায়িক ভাবের স্রোত ...প্রবাহিত হইতেছে? বিধাতা অন্য অন্য ...দেশের লোককেই কি কেবল নৈসর্গিক ...ভাব সকলের অধিকারী করিয়াছেন? ...হাদিগকে তাহার অংশ ভাগী করেন ...নাই? তাহাদিগের জন্মদেশ দ্বিতীয় চ- ...ন্দ্রের ন্যায় কি নিষ্কলঙ্ক? বিধাতা যদি তাহা ...দিগকে এইরূপ দেবতুল্য করিয়া সৃষ্টি ক- ...রিয়া থাকেন, ভারতভূমিতে পদার্পণ মাত্র ...তাহারা অন্যবিধ স্বভাব প্রাপ্ত হয় কেন? ...ভারতবর্ষে কি ঐন্দ্রজালিক দেবের ... ...অস্থির ন্যায় এমন কোন গূঢ় পদার্থ আছে ...যৎস্পর্শ মাত্র ইউরোপীয়দিগের স্বভা- ...ব পরিবর্ত্ত হইয়া যায়?

...কেহ কেহ ইহার এই কারণ নির্দ্দেশ ...করেন, ইউরোপ খণ্ডের যত অপকৃষ্ট ও ...নীচ লোক ভারতবর্ষে আইসে, তাহাদি-গের সহিত এতদ্দেশীয় লোকের সর্ব্বদা সংসর্গ হয়, তাহারা চিরকাল নিজ স্বভাব গোপন করিয়া রাখিতে পারে না। তাহাতেই ইউরোপীয়দিগের কুৎসিত ভাব সচরাচর আমাদিগের নয়ন গোচর হইয়া থাকে। এই বাক্যের যাথার্থ্য স্বীকারে আমরা সমর্থ নহি। এদেশে ভদ্রলোক আইসেন না এরূপ নয়, ইউরোপখণ্ডে অভদ্র নাই এমনও নয়। উল্লিখিত বিপরীত ভাব দর্শন করিবার একটী বিশিষ্ট কারণ আছে। এদেশীয়দিগের দোষই সেই কারণ।

ইউরোপখণ্ডে বিশেষতঃ ইংলণ্ডে স্বাধীনতা স্বচ্ছন্দতা নিত্য বিরাজমান। প্রতিদেশীরা পরস্পরকে আত্মসম রূপে সৃষ্ট স্বাধীন জীব বলিয়া জ্ঞান করিয়া থাকেন। সুতরাং কাহারও উপরে কাহার অসঙ্গত প্রভুত্ব করিবার ইচ্ছা নাই। কেহ সে ইচ্ছা করিলেও অব্যবহিত তাহার প্রতিফল পাইয়া থাকে, কাজে কাজেই ইচ্ছা-নিরুদ্ধ করিয়া রাখিতে হয়। এখানে সেরূপ হয় না। ইউরোপীয়েরা বিশেষতঃ ইংলণ্ডীয়েরা এদেশে উপস্থিত হইলেই তাহাদিগের অন্তঃকরণে এদেশীয়দিগকে নিকৃষ্ট ও অধীন প্রজা এবং আপনাদিগকে প্রধান ও প্রভু বলিয়া একটী বিজাতীয় অভিমান জন্মে। এদেশীয়েরাও আপনাদিগের পদ ও গৌরব বিস্মৃত হইয়া অনার্য্য কার্য্য ও আচরণ দ্বারা সেই অভিমান বহ্নিকে প্রজ্বালিত করিয়া দেন। শেষে এই ফল হয়, ইউরোপীয়েরা দুরাত্মা হইয়া উঠেন, এদেশীয়দিগকে সেই দৌরাত্ম্য সহ্য করিতে হয়।

ইউরোপীয়দিগের প্রধান ও প্রভু বলিয়া অভিমান জন্মিবার এবং তাহাদিগের অগ্রে এদেশীয়দিগের দীন আচরণ করিবার কয়েকটা কারণ আছে। ইউরোপীয়দিগের পক্ষে কারণ এই— ইংলণ্ডীয়েরা মনে করেন, তাহারা রাজজাতীয়, ভারতবর্ষ তাহাদিগের করতলস্থ এবং ভারতবর্ষীয়েরা তাহাদিগের অধীন প্রজা-দের ন্যায় থাকিবে। প্রভুরা গালি দিন আর প্রহার করুন, তাহারা দ্বিরুক্তি করিতে পারিবে না; দ্বিরুক্তি করিলেই অনর্থ। অত্রত্য শাসন প্রণালীর দোষে সেই অনর্থের সম্যক নিবারণ হয় না, সুতরাং উত্তরোত্তর তাহাদিগের দৌরাত্ম্য ও প্রশ্রয় বৃদ্ধি হইতে থাকে। ইংলণ্ডীয়দিগের মনে এইরূপে যে অভিমান বর্দ্ধিত হয়, অন্য অন্য ইউরোপীয়ের মনে তাহা সংক্রামিত হইয়া থাকে।

এ দেশীয়েরা ইউরোপীয়ের অগ্রে যে দীন আচরণ করেন, তাহার মুখ্য কারণ ইহাদিগের ভীরুতা ও কাপুরুষতা। শ্বেত মূর্ত্তি ও পেণ্টুলন পরিধান দেখিলেই ইহারা দেব জ্ঞান করেন। দেবতা রুষ্ট হইলে আর নিস্তার নাই, এই ভাবিয়া সবিশেষ আনুগত্য দ্বারা তাহাদিগের চিত্তকে সন্তোষিত রাখিবার প্রাণপণ চেষ্টা। মান; অপমানই হউক, আর লাঞ্ছনাই হউক, তাহাতে উত্তর করা নাই। সাহেবেরা রাজার জাতি, তাহাদিগের কৃত অপমানের পরিশোধ চেষ্টা করিলেও ইষ্টলাভ সম্ভাবনা নাই। একে ত আপনারা হীনবল ও ক্ষীণদেহ, তাহাতে আবার রাজপুরুষেরা উঁহাদিগের পক্ষ, কি করিতে গিয়া কোন বিপদে পড়িব, অগ্রে এই চিন্তাই উপস্থিত হয়। সুতরাং ভগ্নোৎসাহ হইয়া প্রতীকার চেষ্টায় প্রবৃত্তি জন্মে না।

এদেশীয়েরা কি এইরূপে ইউরোপীয়দিগের প্রশ্রয় বৃদ্ধি করিয়া নিতান্ত কাপুরুষের ন্যায় চিরকাল উঁহাদিগের অত্যাচার সহ্য করিবেন? ইহার কি প্রতীকারের উপায় নাই? লাঠীর বদলে লাঠী, ইটের বদলে ইট, ও ঘুসির বদলে ঘুসি কি সেই প্রকৃত উপায় নয়? যদি ইহারা হীনবীর্য্যতা ও ক্ষীণসাহসতা হেতু সেই প্রকৃত উপায়ের অবলম্বনে সমর্থ হন না, রাজদ্বার ত উন্মুক্ত আছে। কীল খাইয়া কীল চুরি করিবার প্রয়োজন কি? রাজজাতীয় হউন,

[illegible] জন্ম [illegible] ন, বুদ্ধি [illegible] ত্যাচার করিয়া [illegible] কুল [illegible] নাই। সকলেরই এক গৌচিত মান ও গৌরব আছে। প্রজা- নিকটে রাজার অপকোচিত সম্মাননা ত যেরূপ, রাজার নিকটেও প্রজার অ- কোচিত সম্মাননা তেমনি ন্যায্য। যিনি অ- ন অত্যাচার করিবার বিষয়ে কাহারও ধিকার ও ক্ষমতা নাই।

অধিকতর ক্ষোভের বিষয় এই, এদে- শীয়েরা ইউরোপীয়দিগের প্রজার বৃদ্ধি রিয়া এমনি করিয়া তুলিয়াছেন যে পদ, ন, সম্ভ্রম ও গুণ প্রভৃতি সর্বাংশে শ্রেষ্ঠ দেশীয় কোন ব্যক্তি কোন সামান্য উরোপীয়কে প্রণাম করিলেও সে র্বযুক্ত প্রতিপ্রণাম করে না, কিন্তু দেশীয় নিত্য নমস্কার হইতে বিরত হন । একবার যে ব্যক্তি প্রতি প্রণাম করিল , তাহাকে আর প্রণাম করা কেন? ই- রোপীয়কে প্রণাম করিলে কি স্বর্গলো- ন সংস্থান করা হয়? যেমন অভদ্র ক্তি কি প্রণামের যোগ্য? সে যদি প্র- ম না করিলে কুপিত হয়, তাহার সংস- প্রয়োজন কি? জিতেন্দ্রিয় আলস্যহীন যোগ ও অধ্যবসায়ের ব্যক্তির কী বা বার সর্বত্রই উন্নতি আছে। তবি ন্তু এত শঙ্কা ও কাতরতা কেন?

রিচি সাহেবের কণ্ট্র্যাক্ট বিল ও সর চারলস উড।

সর চারলস উড ভারতবর্ষীয় কৃষকদি- কে ব্রিটিশ জাতির গৌরবের অধিক দুই ব রক্ষা করিয়াছেন। নীলকর সাহেবের কণ্- ট্রাক্ট বিল ও রিচি সাহেবের কন্ট্রাক্ট বিল [illegible] এই আজ্ঞা দিয়া নি রাজনীতিজ্ঞতা বিষয়ে পরম প্রবীণ র্শন [illegible] সাহেবের [illegible] পরিত্যাগ করিয়া [illegible]

[illegible] নীলকরের প্রতি [illegible] [illegible] করিয়া রাখিবার চেষ্টায় ছিল। রিচি সাহেবের বিলে সাক্ষাৎ কৃষক [illegible] এ আইন হইলে যে ব্যক্তি কু- [illegible] করিবেক, তাহারই কারাগার বাস হইবে। কিন্তু যদি অনুধাবন করিয়া দেখা যায় স্পষ্ট প্রতীয়মান হইবে, কৃষকেরা এ বিলেরও মুখ্য লক্ষ্য। তাহারা মুষ্টি মধ্যে থাকিয়া নিবৃত্তি কারিদলের ইচ্ছামত সমু- দায় কার্য্য নির্বাহ করিবে, এই উদ্দেশেই ঈদৃশ বিসদৃশ আইনের প্রস্তাব করা হই- য়াছিল।

সর চারলস উড স্পষ্টাক্ষরেই এই বলিয়া ভারতবর্ষীয় গবর্ণমেণ্টকে অনুযোগ করিয়াছেন যে নীলকর ও প্রজাগণের বি- বাদ হইবার পর অবধি তাঁহারা প্রথমোক্ত অত্যাচারকারিগণের সহায়তা ও অনো- রঞ্জন করিবার নিমিত্ত বিশেষ আইন করি- বার চেষ্টা পাইতেছেন। রিচি সাহেবের প্রস্তাব বিধিবদ্ধ হইলে সর্ববিধ প্রতিজ্ঞা ভঙ্গেরই দণ্ড হইবার সম্ভাবনা, কোন ব্য- ক্তির পরিত্রাণ নাই। এইরূপে আরম্ভ করিয়া সর চারলস উড লিখিয়াছেন "যদি এই বিলের মূল যুক্তি ন্যায়সিদ্ধ হইত, তাহা হইলে ইহা ইংলণ্ড ও অন্য অন্য দেশেও প্রচারিত করা অন্যায় হইত না। কিন্তু আমি কোন দেশের ব্যবস্থা সংগ্রহে এ প্রকার আইন দেখিতে পাই না।"

তিনি আরো বলেন ব্যবস্থাপক সভার যাবতীয় সভ্যেরও এ বিলের বিষয়ে ঐকমত্য দৃষ্ট হয় না। কেহ কেহ ইহাকে কৃষিজাত দ্রব্য, কেহ বা কেবল বঙ্গ দেশে, কেহ বা বাণিজ্য দ্রব্যের বিষয়ে প্রচ- লিত করিবার অনুরোধ করিয়াছেন। ইহা বিধিবদ্ধ হইলে যে সে [illegible] কোন ব্যক্তিকে প্রতিজ্ঞাভঙ্গকারী বলিয়া ছয় মাস অবধি দুই বৎসর পর্য্যন্ত [illegible] [illegible] করিয়া রাখিতে পারি- বেন। [illegible]

[illegible] তাহাকে [illegible] এবং তাহার [illegible] তাহার [illegible] যদি [illegible] আছে, তাহা [illegible] কেহ ধূর্ত্ততা অথবা [illegible] করায় ভঙ্গ করিবে [illegible] তাহার পক্ষের বিরুদ্ধ [illegible] সর করিয়া সর চারলস [illegible] তা অথবা অসাধুতার বিরুদ্ধে [illegible] প্রস্তাবিত আইনে [illegible] য়াছে বটে, কিন্তু [illegible] তেছে না। [illegible] আদালতই প্রতিবাদী [illegible] ভঙ্গ করিয়াছে [illegible] সন্ধান না করিয়া বিচার করিবে না, তাহাকে প্রতিবাদীর [illegible] অথবা প্রভৃতি অনেক [illegible] সন্ধান করিতে হইবে [illegible] লভের অনেক সময় [illegible] মেণ্টের এক বার [illegible] যে কোন [illegible] প্রতিজ্ঞা নিবারণার্থ [illegible]

প্রস্তাবিত আইনের [illegible] শের প্রসঙ্গে তিনি বলিয়াছেন, "[illegible] খিত হইয়াছে, [illegible] যে ক্ষতি হইয়াছে অথবা [illegible] সম্ভাবনা ছিল, তাহা [illegible] হইবে। [illegible] বলিয়া ১০০ টাকা জরিমানা [illegible] পারিল না [illegible] হইত; [illegible] ২০০ টাকা [illegible] হইবে, [illegible] ও অন্য দেশের [illegible] জানিতে হইবে [illegible] ব্যাপার নহে।" [illegible] তাহার, তিনি নীল কমিসনের [illegible] [illegible] করিয়া বলিয়াছেন, [illegible] [illegible] করার পর [illegible]

...ক্ষই তাঁহাদিগকে এক বার ছুই ...গৰ হয়, দিয়া চিরকাল খাটাইয়া লন, ...হইবে না ও অত্যাহতি হয় না।

যেরূপ বিশুদ্ধ যুক্তি প্রদর্শন করি-ইতে মধুসূদন উক্ত প্রস্তাবিত বিলকে ...লই করিয়াছেন এবং ভারতবর্ষীয় শাস্ত্রীয় ...কে তাহা রহিত করিবার ...ীর হইয়াছেন। তিনি বলেন "বাণিজ্য করিবা এক পক্ষের সুবিধার জন্য বিশেষ ... করিয়া আর পক্ষকে ক্ষতিগ্রস্ত ..., ...অতিশয় অন্যায়; উভয় পক্ষেই ...ক আইন অনুসারে আপন আপন ...ায়ের উন্নতি চেষ্টা না করিলে বাণি-...বৃদ্ধি হয় না। যাহাতে শীঘ্র বিচার যা সম্পন্ন হয়, সেই রূপ আদালত থা-কিলেই যথেষ্ট; কোন পক্ষের স্বাধীনতা লোপ চেষ্টা যুক্তিসিদ্ধ নহে।"

পরিদর্শক সম্পাদকের বালকতা।

উক্ত সম্পাদক আজিও আমাদিগের ...কোর উত্তর দিলেন না, তিনি আমাদি-গের প্রতি যে দোষারোপ করিয়াছিলেন, ...জিও তাহা সপ্রমাণ করিলেন না। তিনি ...ৰ্ব্বে উদ্ধত ও অবিমৃষ্যকারী হইয়া অকা-...ণ বিদ্বেষ করাতে আমাদিগের মনে যে ...ক্ষোভ ও কোপ জন্মিয়াছিল, তাঁহার ইদা-...নীন্তন ভীরুতা ও অবাধ্যতা দেখিয়া তাহা আপনা হইতেই দূরীভূত হইতেছে। তিনি শ্রীযুক্ত বাবু কালীপ্রসন্ন সিংহের দোহাই দিয়া কৌশল ক্রমে আমাদিগকে মিথ্যা-বাদী করিবার চেষ্টা পাইয়াছেন, কিন্তু ...বাবু স্পষ্ট করেই তাঁহাকে মিথ্যাবাদী ...য়াছেন। কালীপ্রসন্ন বাবু এই কার্ত্তিক, ...দিগের নিকটে একটি এক খানি ...পাঠাইয়াছেন। আমরা একদিন পরি-...দর্শকের ..., ...কায় তাহা প্রকাশ ... নাই। ...হানে তাহা প্রকটিত ..., পাঠকগণ ... স্বীকার করিলা ...পাই

আমরা পূর্ব্বাপর সমস্ত পর্য্যালোচনা ক-রিয়া দেখিলাম, পরিদর্শক সম্পাদকের নি-তান্ত বালকতা প্রকাশ করা হইয়াছে। বাল-কের উপরে প্রৌঢ়ের ক্রোধ করা অবিধেয়, এই বিবেচনা করিয়া আমরা আপনা হই-তেই তাঁহার অপরাধ ক্ষমা করিলাম। তিনি যে কিরূপ অনিষ্টসাধনে উদ্যত হইয়াছিলে-ন, বালকতা প্রযুক্ত তাহা বুঝিতে পারেন নাই। যাহাতে আমাদিগের দেশের লো-কের ভ্রমপ্রমাদ ও অন্যবিধ দোষ সংশোধিত হইয়া তাঁহারা সৎপথের পথিক হন, আমরা প্রাণপণে এই চেষ্টা পাইতেছি, কিন্তু আমরা যদি মিথ্যা প্রবঞ্চনা দি... দূষিত হই, কে আর আমাদিগের উপ... বাক্য শ্রবণ ও গ্রহণ করিয়া তদনুসা... হইবেন?

...প্রার্থনা আত্মার ... সাধন ... করিতে পারে ...?

অনেক সময়ে যু... ধকা, সং-স্কার ও অভ্যাসের ... হইতে হয়। বাল্যাবধি ... যাহার অভ্যাস, কে ... লুণ্ঠিত-কেশ একরূপ ... দৃষ্টিপথে পতিত হইলে ... বিজা-তীয় ও বিধর্ম্মী ... তাহার সম্মুখে উপ-স্থিত হইল। কিন্তু যদি অনুধাবন করিয়া দেখা যায়, কেশ শ্মশ্রুধারির মুণ্ডিত মুণ্ড-কে বিধর্ম্মী জ্ঞান করাই সঙ্গত হয়। যুক্তি কেশ শ্মশ্রুধারির সপক্ষতা করিতেছে। জগদীশ্বর যখন পুরুষকে কেশ ও শ্মশ্রু প্রদান করিয়াছেন, তখন তন্নিবারণ যুক্তি বিরুদ্ধ কার্য্য নহে। শোভা সম্পাদন হউ-ক, আর অন্য কিছু হউক, তাহার একটি উদ্দেশ্য আছে। তন্নিবারণ না করিলে সে উদ্দেশ্য সিদ্ধির ব্যাঘাত জন্মে। ... ইংরাজী জুতা পায় ও পিরাণ গায় দেয়, এই অপরাধে তাহাকে "খৃষ্টান" বলা-হয় কিন্তু সে যদি জিজ্ঞাসা করে, ইংরাজী জুতা পায় ও পিরাণ গায় দেওয়াই কি ...

খৃষ্টান শব্দের অর্থ? তাহা হইলে ... অনর্থ উপস্থিত হয়। মুসলিম যদি ... বলিয়া বিশ্বরচনাকৌশল এবং ঈশ্বরের অনন্ত শক্তি ও অনন্ত মহিমার বিষয় চি... ও তাঁহার গুণ কীর্ত্তন করে, আর ... রতীরে অথবা মসিদের মধ্যে ... ও মুদ্রিতনয়ন হইয়া এক বার ... তিত ও একবার তথা হইতে উত্থিত হই... য়া নমাজ না করে, গোঁড়া মুসলমানে... এখনই তাহাকে নাস্তিক বলিয়া তাহা... সহিত আলাপ পরিত্যাগ করিবেন। হি... যদি মেরির প্রতিমূর্ত্তি গৃহে না রাখে... এগু প্রভৃতি এখনই তাহাকে ধর্মভ্র... বলিয়া ঘৃণা ও নিন্দা করিবে। ... জলসংস্কার ক্রিয়া না হয়, তাহার সহচরে... রা এখনই তাহাকে চির নিরয়গামী বলি... স্থির করিয়া রাখিবে। ... অকপ... ঈশ্বরভক্তি সহচরদিগের মতে তদ্রূপ... সমর্থ হইবে না। কলিকাতা ব্রাহ্ম সমাজে... র আচার্য্যের পিতৃ শ্রাদ্ধ প্রসঙ্গে, প্রার্থ... দ্বারা আত্মার উন্নতি হয় না, এই ... লেখাতে আমাদিগের বিষয়েও ঐরূ... ঘটনা হইয়াছে।

আমরা পরম্পরায় শুনিলাম, উল্লিখিত ... ন্তাবটী বাহির হইবা মাত্র কতকগুলি ব্রা... এক কালে কে যে অধীর হইয়া উঠিলেন... রোষাবেশ বশতঃ তাঁহারা আমাদিগে... প্রযুক্ত প্রার্থনা ও উপাসনা এ উভয় ... ভেদ গ্রহণে সমর্থ হইলেন না। তাঁ... হারা প্রথম ক্ষণেই আমাদিগকে উপাসনা... অস্বীকারকারী নাস্তিক বলিয়া স্থির ক... লেন। কিন্তু ক্রোধবেগ শান্তি হইলে... যখন তাঁহারা অভিনিবেশ পূর্ব্বক প্রস্তাব... পাঠ করিলেন, তাহাদিগের ভ্রম দূরীভূ... হইল। ... ও আষাঢ় পত্রে দেখা যাইবে... যে, ... প্রার্থনা রহিত ... পর্য্যন্ত ... তাঁহারা ... করিয়াছেন, আমরা ... প্রার্থনা ... পরিত্যাগ করিব...

উপদেশ দিতেছি। আমাদিগের সে উদ্দেশ্য নহে। প্রার্থনা দ্বারা আত্মার উন্নতি হয় কি না, সেই বিচার উপস্থিত হইয়াছে। যদি কেহ আত্মার, বল, সাহস, ও উৎসাহের নিমিত্ত প্রার্থনা করিতে চাহেন করুন, তাহাতে আপত্তি নাই। কিন্তু প্রার্থনা দ্বারা আত্মার উন্নতি অথবা জগতের শ্রীবৃদ্ধি লাভ সম্ভাবনা নাই; আমরা পূর্ব্বে এ কথা কহিয়াছিলাম, এখনও কহিতেছি। যে স্থলে প্রার্থনা ফলোপধায়িনী হয়, এরূপ দৃঢ়তর বিশ্বাস থাকিলে বরং আত্মার ও জগতের অবনতিরই সম্ভাবনা। সমুদায় শীতার্ত্ত ব্যক্তি তুলা সংগ্রহ পূর্ব্বক বস্ত্রবয়নের উপায় উদ্ভাবন না করিয়া যদি এইরূপ প্রার্থনা করিয়া নিশ্চিন্ত হইত "হে করুণাময়! আমাকে এই দুঃসহ শীত যন্ত্রণা হইতে রক্ষা কর" তাহা হইলে কি বস্ত্রের সৃষ্টি হইত? মানুষ যদি গৃহ নির্ম্মাণ চেষ্টা করিয়া শীত গ্রীষ্ম ও বর্ষার উপদ্রব হইতে আত্মরক্ষার চেষ্টা না পাইয়া নিরন্তর ঈশ্বরের প্রার্থনা-পরায়ণ হইত, এরূপ উৎকৃষ্ট অট্টালিকা সকল কি আমাদিগের নয়ন গোচর হইত? "জগদীশ্বর! আমাকে ক্ষণেক মধ্যে কাশীতে লইয়া যাও" এই প্রার্থনা করিলে যদি মানুষের প্রার্থনা পূর্ণ হইত, কখন রেলওয়ের সৃষ্টি হইত না।

আত্মার ও জগতের উন্নতির কারণ স্বতন্ত্র, প্রার্থনা সে কারণ নহে। প্রার্থনা সে কারণ হইলে মূর্খ, নীচপ্রকৃতি, ও ক্রূর স্বভাব ব্যক্তিদিগেরও আত্মার উন্নতি দৃষ্ট হইত। ক্রূরস্বভাব ধনলুব্ধ মূর্খ লোকে কিরূপ প্রার্থনা করে? "শত্রু বিপাত হইয়া আমার প্রতাপ ও ঐশ্বর্য্য বৃদ্ধি হউক," এই কি তাহার প্রার্থনীয় নয়? সেই বিষয়ে প্রার্থনা পূর্ণ হইবার কি সম্ভাবনা আছে? প্রার্থনা দ্বারা আত্মার উন্নতি হয় না, বরং উহা দ্বারা আত্মার উন্নতি ও অনুমতি [illegible] যাইতে পারে। যাহার আত্মা উন্নত না হয়, জগতের মঙ্গল হইবে

তাহার মুখ হইতে কি কখন এরূপ প্রার্থনা নির্গত হয়? ফলতঃ যেরূপ বিচার করা গেল, তদ্দ্বারা স্পষ্ট প্রতিপন্ন হইতেছে, প্রার্থনা আত্মার উন্নতি সাধিকা নয়, উন্নতির অনুমাপিকা।

অচিহ্নিত কর্ম্মচারিদিগের প্রতি অনুকূল আজ্ঞা।

প্রথমে সর্ব্বস্ব বিনাশের সম্বাদ পাইয়া অর্দ্ধ বিনষ্ট হইয়াছে এই সম্বাদ শ্রুতি গোচর হইলে যেরূপ মনের ভাব হয়, বৃহস্পতি বারের গবর্ণমেণ্ট গেজেটে প্রচারিত সর চারলস উডের আজ্ঞা শ্রবণ করিয়া পদচ্যুত অচিহ্নিত কর্ম্মচারিদিগের মনে সেইরূপ ভাবের উদয় হইবে। গবর্ণমেণ্ট আফিসের ব্যয় সংক্ষেপ হওয়াতে অনেক কর্ম্মচারী পদ চ্যুত হইয়াছেন। ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের প্রস্তাব ক্রমে সর চারলস আজ্ঞা দিয়াছেন, যাঁহাদিগের ২০ বৎসর কর্ম্ম করা হইয়াছে, তাঁহারা অপারগতা বিষয়ে চিকিৎসকের সর্টিফিকেট দিন আর না দিন প্রার্থনা করিলেই পেন্সন পাইবেন।

আমাদিগের প্রস্তাবে বেদান্তবাগী শের অসম্মতি।

আমরা মধ্যস্থ মানিয়া বেদান্তবাগীশের সহিত বিবাদের মীমাংসার যে প্রস্তাব করিয়াছিলাম, তদ্বিষয়ে আপনার বক্তব্য লিখিয়া তিনি আমাদিগের নিকটে এক পত্র পাঠাইয়াছিলেন, তাহা প্রকাশ যোগ্য বোধ না হওয়াতে প্রকাশ করিলাম না। বেদান্তবাগীশ আমাদিগের মানিত মধ্যস্থের প্রতি মীমাংসা ভার সমর্পণ করিতে সম্মত হন নাই। তিনি বলেন, প্রস্তাবিত মধ্যস্থদিগের মধ্যে তিন ব্যক্তি তিন শ্রেণীর লোক, তাঁহারা বৈদিক শ্রেণীর কুল-সম্বন্ধ সংক্রান্ত সবিশেষ বৃত্তান্ত অবগত নহেন। দ্বিতীয়, মধ্যস্থেরা আমাদিগের [illegible] এই দুটী আপত্তি [illegible]

কিঞ্চিৎকর বলিয়া প্রতীয়মান [illegible] বুদ্ধিমান লোকে যে বিষয়ের [illegible] অবগত নহেন, তাঁহারা সে [illegible] সন্ধানে প্রবৃত্ত হইলে তাহা [illegible] যথা বুঝিতে পারেন না, ইহা [illegible] নাম। আমরা জানিতাম, বুদ্ধিমান [illegible] কিছুই অবিষয় নাই। বাগদানের প্র[illegible] ল কোনটী? এবং কুশদার পাত্রে [illegible] দান প্রতিসিদ্ধ কি না? এই দুটী [illegible] মীমাংসার্থই মধ্যস্থ মানা হইতেছে। [illegible]স্থেরা শাস্ত্র ও যুক্তি অনুসারে তাহার বিচার করিয়া মীমাংসা করিয়া দিবে। শ্রেণীবিশেষের ব্যবহার জানা না [illegible] লে শাস্ত্রজ্ঞ ব্যক্তিরা তদ্বিষয়ে অসমর্থ হইবেন, এবম্বিধ বাগবিন্যাস কিরূপে সিদ্ধ হইতেছে? এ যুক্তিতে ভিন্ন ভিন্ন শ্রেণীর ভিন্ন ভিন্ন ব্যবস্থাপক আবশ্যক হয়। এদেশে কি শ্রেণীবিশেষের ব্যবস্থাপক বিশেষ নিরূপিত আছেন? যুক্তি ও শাস্ত্র এ উভয়ই কি শ্রেণীর অনুগত নহে।

দ্বিতীয় আপত্তির বিষয় চিন্তা করিয়া আমরা নিতান্ত বিস্ময়াপন্ন হইয়াছি। [illegible] মধ্যস্থেরা আমাদিগের সহিত আত্মীয়তা [illegible] জন পাছে পক্ষপাত করেন, বেদান্তবাগীশ এই শঙ্কা করিয়াছেন। এ শঙ্কা কিরূপে মনোমধ্যে উদিত হইল? উদৃশ বাক্য প্রয়োগ দ্বারা মধ্যস্থদিগের কেবল অবমাননা করা হইয়াছে। সামান্য ব্যক্তির উপরেও যদি কোন বিষয়ের মধ্যস্থতা ভার সমর্পিত হয়, তৎকালে তাঁহারও মনে পক্ষপাত প্রবৃত্তি জন্মে না, আর তাদৃশ মহোপাধ্যায় ধার্ম্মিক ব্যক্তিদিগের তাদৃশ [illegible] বুদ্ধি জন্মিবে, ইহা কি সম্ভাবিত হয়? বিশেষতঃ তাঁহাদিগের কৃত মীমাংসা সোমপ্রকাশে প্রকাশিত হইবার কথা আছে [illegible] মীমাংসা প্রচারিত হইলে কি তাঁহাদিগের সুখ্যাতি হইবে? বেদান্তবাগীশ [illegible]

.পর হৃদয়ে তাহার প্রাদু-
.র্ভাব কি অনিবারণে সমর্থ

বারেন্দ্র বৈদিক শ্রেণীর মধ্য হ-
স্থ গ্রহণের প্রস্তাব করিয়াছেন,
যাহারা বিশুদ্ধ যুক্তির অনুসারে
বিচারে পারগ, তাঁহারা যে শ্রে-
ষ্ঠতম, তাঁহাদিগকে মধ্যস্থ পদে বরণ
য় বিষয়ে আমাদিগের আপত্তি না-
এবিষয়ে আমাদিগের এই মাত্র বক্ত-
আমরা যে চারি ব্যক্তিকে মধ্যস্থ পদে
নীত করিয়াছিলাম, তাঁহাদিগের স-
মপণ্ডিত লোক চাই, আর কোন আ-
পত্তি নাই।

পুস্তকপ্রাপ্তি।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করি-
তেছি, নিম্ন লিখিত পুস্তকগুলি প্রাপ্ত হই-
য়াছি।

১। ফৌজদারী আইনের প্রথম ভাগ।

গোরক্ষপুরের ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি
কালেক্টর শ্রীযুক্ত বাবু প্যারীমোহন বন্দ্যো-
পাধ্যায় ইহার সঙ্কলন করিয়াছেন। ইহাতে
১৮৬২ অব্দ পর্য্যন্তের দণ্ডবিধি, ফৌজদারী
অন্য অন্য বিশেষ বিশেষ আইন
এবং কলিকাতা ও আগরার সদর আদাল-
তের সরকুলার প্রভৃতি সন্নিবেশিত হইয়াছে।
কলিকাতা ভিক্টোরিয়া কোম্পানি ইহা
মুদ্রিত ও প্রচারিত করিয়াছেন।

২। কুমুদিনী উপাখ্যান।

ইহা শ্রীযুক্ত বাবু রুদ্রসন্ধ্যা [illegible]
প্রণীত। গুপ্তপ্রাদস গোস্বামী যন্ত্রে এতদ্গ্রন্থের
প্রচারণ কার্য্য সম্পন্ন করিয়াছেন উহার মূল্য
দুই আনা অবধারিত হইয়াছে। ইহাতে গদ্য
ও পদ্য উভয়ই আছে। গদ্য অপেক্ষা পদ্য
গুলি কিঞ্চিৎ মিষ্ট হইয়াছে। গদ্যের এই এ-
কটী বিশেষ দোষ ঘটিয়াছে অনেক দুরূহ সং-
স্কৃত অপদ ব্যবহৃত এ. অস্থানে প্রযুক্ত হই-
য়াছে। সংস্কৃত শব্দের বিশেষ ব্যুৎপন্ন না হইয়া
সংস্কৃত শব্দ ব্যবহার চেষ্টা পাইলে প্রায়ই এই
রূপ ঘটিয়া থাকে।

৩। পুষ্পমালা।

ইহা সংস্কৃত গ্রন্থ। চানক নিবাসী শ্রীযুক্ত
বাণেশ্বর শিরোমণি ইহার রচনা করিয়া-
ছেন। ইহাতে নন্দদুলাল প্রভৃতি বিগ্রহের
শ্লোকদ্বারা কয়েকটী স্তব করা হইয়াছে। শি-
রোমণি মহাশয় তাহার টীকাও করিয়াছেন।
শ্লোক গুলি বড় মন্দ হয় নাই। এখন সংস্কৃত
গ্রন্থ লিখিয়া কৃতার্থতা লাভ সহজ নহে।

৪। মণিহরণ।

শ্রীযুক্ত যজ্ঞেশ্বর ভট্টাচার্য্য শ্রীমদ্ভাগবতের
অন্তর্গত মণিহরণের উপাখ্যান ভাগ ইহাতে
সঙ্কলন করিয়াছেন, ইহা গোপীনাথ যন্ত্রে মুদ্রিত
ও প্রচারিত হইয়াছে। মূল্য তিন আনা
নিরূপিত দৃষ্ট হইল।

৫। পাষণ্ড দলন।

শ্রীযুক্ত বাবু রামলাল মুখোপাধ্যায় এই
গ্রন্থ খানি প্রেসিডেন্সিপ্রেসে মুদ্রিত ও প্র-
চারিত করিয়াছেন। ইহাতে গৌরাঙ্গ ও নি-
ত্যানন্দের সংক্ষিপ্ত জীবন চরিত এবং নেড়া
নেড়ি ও কর্ত্তাভজা প্রভৃতির বিবয় লিখিত
হইয়াছে। আমরা গ্রন্থকারকৃত বিজ্ঞাপনের
কিয়দংশ উদ্ধৃত করিয়া দিলাম, পাঠকগণ
তদ্দ্বারা গ্রন্থ প্রণয়নের উদ্দেশ্য বুঝিতে পা-
রিবেন। সে এই:—

"একণে এদেশে বৈষ্ণব ধর্ম্ম দ্বারা যে কত
প্রকার অনিষ্ট ঘটিতেছে বোধ হয় তাহা সক-
লেই অবগত আছেন। নিত্যানন্দ এই ধর্ম্মের
প্রবর্ত্তয়িতা। তিনি গৌরাঙ্গের একজন পরম ব-
ন্ধু ছিলেন। সার্দ্ধ ত্রি শতাব্দী অতীত হইল এই
ধর্ম্ম প্রচলিত হইয়াছে। ইহার যত শ্রীবৃদ্ধি হই-
তেছে, ততই দেশের অনিষ্ট ঘটিতেছে; তাহার
কারণ এই, অধিকাংশ ইন্দ্রিয়পরায়ণ অলস ও
দরিদ্র ব্যক্তিরাই আপন আপন বাসনা চ-
রিতার্থের নিমিত্ত ইহার আশ্রয় লইতে অগ্রসর
হয়। তাহারা "পরিশ্রম করা বৈষ্ণবধর্ম্মের বি-
রুদ্ধ কর্ম্ম" এই বলিয়া তাহাতে পরাঙ্মুখ হয়
এবং ভিক্ষার দ্বারা জীবিকা নির্ব্বাহ করে। ভি-
ক্ষার দ্বারা অনায়াসে জীবিকা নির্ব্বাহ হয় ব-
লিয়া তাহের অন্য চিন্তা থাকে না, সুতরাং তি-
নে সকলের নিকট সমাদৃত হইব, কিসে তাহা-
দের ধন হরণ করিব এবং কি প্রকারে তাহা-
দিগকে প্রতারিত করিয়া আপন মনোরথ সিদ্ধ
করিব এই চিন্তায় সতত রত থাকে। [illegible]
ও কুসংস্কারাপন্ন লোকদিগকে [illegible]
[illegible]

৩৫০ বৎসর অতীত হইল, গৌরাঙ্গ নব
দ্বীপে জগন্নাথ মিশ্রের ঔরসে ও শচী দেবীর
গর্ভে জন্ম গ্রহণ করেন। তিনি অতিশয় বি
শুদ্ধচরিত্র ও ধর্ম্মপরায়ণ ছিলেন। তাঁহাকে
অলোক সামান্য গুণ সম্পন্ন দেখিয়া অনেকে
নারায়ণের অবতার বোধ করিয়া তাঁহার অ
নুচর হয়। দেশ যখন অজ্ঞান অন্ধতমসে আ
চ্ছন্ন থাকে, তখন কোন অসামান্য লোককে
এরূপ জ্ঞান করা অসম্ভাবিত নয়। আমরা
ভিন্ন ভিন্ন দেশে যত অবতারের কথা শুনিতে
পাই, এইরূপে সে সমুদায়ের সৃষ্টি হইয়াছে।
গৌরাঙ্গ সাতিশয় বিষ্ণুপরায়ণ ছিলেন। তাঁ-
হার সময় অবধি বৈষ্ণব সম্প্রদায়ের প্রাদুর্ভাব
হয়। প্রাথমিক বৈষ্ণবেরা বিশুদ্ধ চরিত ও
যথার্থ ধার্ম্মিক ছিলেন। কিন্তু অধিকসংখ্য
মূর্খ লোকে ঐ সম্প্রদায়প্রবিষ্ট হওয়াতে এ-
ক্ষণে উহার অতিশয় অধন্য দশা উপস্থিত
হইয়াছে। যে সম্প্রদায় হউক, তন্মধ্যে অধিক-
সংখ্য কৃতবিদ্যলোক না থাকিলে কখনই
তাহার গৌরব ও উন্নতি হয় না। খৃষ্ট ধর্ম্মের
এত উন্নতি হইয়াছে কেন? ইউরোপ খণ্ডের
বিদ্যাপ্রভাবই কি তাহার অসাধারণ কারণ
নয়? ধর্ম্ম মূর্খ লোকের হস্তে পতিত হইলে যে
তাহার অধোগতি হয়, তদ্বিষয়ে অণুমাত্র সং-
শয় নাই। আমরা সচরাচর দেখিতে পাই,
মসন রক্ষা কোন কোন পল্লীগ্রামের যাবতী
মূর্খ ইতর লোককে খৃষ্টধর্ম্মাবলম্বী করিয়া
ছেন। কিন্তু উহাদিগের হইতে খৃষ্ট ধর্ম্মের
উন্নতি দূরে থাকুক, কেবল অবমাননাই হই-
তেছে। মূর্খ ইউরোপীয়েরাও ইহার একটী
অসামান্য দৃষ্টান্ত স্থল।

অপর, সম্প্রদায়প্রবর্ত্তকের প্রকৃত মত
বিশুদ্ধ ছিল না। ইহাও ঐ সম্প্রদায়ের অপ
কর্ষের একটী প্রধান কারণ। গৌরাঙ্গ সংসারে
বিরক্ত হইয়া দণ্ড গ্রহণ করেন। গৃহী হইয়া
ধর্ম্মের অনুষ্ঠান করা উঁহার অনুমোদিত
ছিল না। তাঁহার অনেক অনুচরও তৎপথাব
লম্বিক হইয়াছিলেন। যদি অনুধাবন করিয়া
দেখা যায়, ইহাই ঐ সম্প্রদায়ের যাবতীয়
অনর্থের মূল হইয়াছে।
[illegible] এবং শারীরিক উ
[illegible] এই উপকার

...বধ মঙ্গলার্থ ধর্ম্মের সৃষ্টি হইয়াছে। সেই ধর্ম্ম যে আমাদিগকে ঐহিক সুখে বঞ্চিত করিয়া সৃষ্টি লোপ ক্রিয়ায় প্রবর্ত্তিত করিবে, ইহা কোন ক্রমেই জগদীশ্বরের অভিপ্রেত নহে। বর্ত্তমান সময়ের যাবতীয় পুরুষ সংসারে বিরক্ত হইয়া গৌরাঙ্গের ন্যায় যদি দার পরিত্যাগপূর্ব্বক দার পরিগ্রহ না করেন, জগদীশ্বরের সৃষ্টি কি স্বল্পকাল মধ্যে বিলোপ প্রাপ্ত হয় না? এতদ্দ্বারা স্পষ্ট প্রতীয়মান হইতেছে, সংসার ধর্ম্মে জলাঞ্জলি দিয়া বৈরাগ্য অবলম্বন করা ঈশ্বরের অভিপ্রেত নহে। তাঁহার অনভিপ্রেত কার্য্য করিয়া মানুষের কৃতার্থতা লাভের সম্ভাবনা কি? বৈষ্ণবেরা যত দার সংসর্গ পরিত্যাগী হইতে লাগিল, ততই ঐ দলে ধর্ম্মনীতির বন্ধন শ্লথ হইতে লাগিল। এক স্ত্রীতে অনুরক্ত থাকিয়া বিশুদ্ধ সাংসারিক সুখ ভোগ দূরে গেল, ব্যভিচার প্রবেশ করিল। পশু ব্যবহারও ঐ সম্প্রদায়ের অনেকের দুর্ব্ব্যবহারের নিকটে লজ্জা পাইতে লাগিল। অধিকের মধ্যে এই হইল, অনেকে কপটপাটব শিক্ষা করিলেন। প্রকৃত ধর্ম্মের মর্ম্ম বোধে অসমর্থ হইয়া বিকৃত ধর্ম্ম প্রবর্ত্তিত করিলে যে এইরূপ ঘটনা হয় ইহা ইতিহাস প্রসিদ্ধ কথা। রোমান কাথলিকেরাও এককালে পাদরি দলে পরিণয় প্রতিষেধ করিয়া [illegible]ছিলেন, ইংলণ্ড প্রভৃতি স্থানে এইরূপ বিশৃঙ্খল ব্যবহার উপস্থিত হইয়াছিল। [illegible] উপপত্নী রাখা ঐ দলের প্রায় স্পষ্ট [illegible] হইয়া উঠিয়াছিল।

ফলতঃ পাষণ্ড দলনকার বৈষ্ণব সম্প্রদায় হইতে এ দেশের যে যে অনিষ্ট ঘটিতেছে বিলক্ষণ বর্ণন করিয়াছেন. আমরা যত দূর স্পষ্টাক্ষরে কহিতে পারি, তাহার এক অংশও অযুক্ত নহে।

[illegible] কিন্তু গ্রন্থের গুণ দোষ বিষয়ে আমাদিগের বক্তব্য এই, অনেক স্থলে গ্রন্থকারের অযত্ন লক্ষিত হইল। তন্নিবন্ধন গ্রন্থমধ্যে অনেক গুলি ভ্রমপ্রমাদ ঘটিয়াছে। রচনা উৎকৃষ্ট না হউক, নীরস ও বাঙ্গলা ভাষার রীতি বিরুদ্ধ হয় নাই।

প্রাপ্ত।

বেথুন সোসাইটি।

ছয় মাস কাল নয়নের অন্তরে থাকিয়া সুসজ্জিত বেশ ভূষায় পুনর্ব্বার বেথুন সোসাইটি আমাদিগের সমক্ষে উপস্থিত হইয়াছেন। প্রিয় সুহৃদ অনেক দিবস দূর দেশে থাকিলে যেমন বন্ধু বান্ধব তাঁহার দর্শনার্থ ব্যাকুল হন, এবং তিনি উপস্থিত হইলে প্রীতি বিস্ফারিত নেত্রে তাঁহাকে আলিঙ্গন করিতে ধাবমান হন, কলিকাতা বাসিরা বেথুন সোসাইটির নিমিত্ত এত দিন সেইরূপ উৎকণ্ঠিত ছিলেন এবং গত বৃহস্পতিবার তাঁহাকে দর্শন করিয়া নয়নের কৃতার্থতা লাভ করিয়াছেন। এই সভা কাহারও অপ্রীতি ভাজন নহেন। গবর্ণর জেনেরলের প্রকাণ্ড সভা তাঁহাকে তুচ্ছ জ্ঞান করেন নাই, বঙ্গদেশের ব্যবস্থাপকেরাও অবজ্ঞা করেন নাই; কাশী, মহারাষ্ট্র ও কলিকাতার রাজারাও তাঁহার সম্মান বর্দ্ধনে ত্রুটি করেন নাই; মিসনরিরা তাঁহাকে পার্থিব ও অপবিত্র বলিয়া ঘৃণা করেন নাই; সংবাদ পত্র সম্পাদকেরাও তাঁহাকে অপ্রীতিকর বলিয়া হেয়জ্ঞান করেন নাই; অন্য অন্য লোকের ত কথাই নাই।

রাত্রি ৭॥০ ঘটিকার সময় সভার কার্য্য আরম্ভ হইল। সভার নিয়মিত কর্ম্ম সমাপন হইলে ডাক্তর নর্ম্যান চিবর্স একটি বক্তৃতা করিলেন। শারীরিক স্বাস্থ্য বিধান শাস্ত্রের প্রাধান্য প্রতিপাদন করাই বক্তৃতার মুখ্য উদ্দেশ্য। চিবর্স আমাদিগকে নূতন কিছু শিক্ষা দিতে পারেন নাই বটে কিন্তু মুক্তকণ্ঠে স্বীকার করিতে হইবে যে অনেক গুলি মহোপকারি বিষয় আমাদিগের স্মৃতিপথে উদ্দীপিত করিয়া দিয়াছেন। তিনি বলেন, পরিচ্ছন্ন থাকা, নির্ম্মল বায়ু সেবন করা এবং নির্ম্মল জল পান করাই আমাদিগের শারীরিক সুস্থ থাকিবার প্রধান উপায়। কিন্তু কলিকাতা যেমন অপরিচ্ছন্ন হইয়াছে, ইহার জল বায়ুও তেমনি মন্দ হইয়াছে। জল লবণাক্ত হওয়াতে জ্বর, উদরের পীড়া, কাশী প্রভৃতি রোগ কলিকাতায় মূর্ত্তিমান হইয়া বিরাজ করিতেছে। বায়ু দুর্গন্ধ পদার্থের সহিত মিশ্রিত হইয়া নাসা রন্ধ্রে প্রবেশ করিয়া পীড়ার দ্বার উদ্ঘাটিত করিয়া দিতেছে। কলিকাতাতে যত জলাশয় আছে, তাহার একটিতেও উৎকৃষ্ট জল পাওয়া যায় না। [illegible] লবণাক্ত জল অন্তরে অন্তরে কোন পুষ্করিণীতে পতিত হয়, [illegible] পুষ্করিণীতে বা দুর্গন্ধ নর্দ্দামার জল আসিয়া পড়ে। পানীয় জলের জন্য স্বতন্ত্র পুষ্করিণী খনন করা কর্ত্তব্য এবং সেই পুষ্করিণীতে যাহাতে বিস্তীর্ণ ঘাট দিয়া বৃষ্টির জল আসিয়া পতিত হয় এরূপ উপায় করা আবশ্যক। তৎপরে তিনি বলেন এই সকল বিষয়ে মিউনিসিপল কমিসনরদিগের ন্যায় কলিকাতাবাসিদিগেরও সম্পূর্ণরূপ মনোযোগী হওয়া উচিত। কলিকাতাবাসীরা যদি কারণ অনুসন্ধান করিয়া কার্য্যে প্রবৃত্ত হন, তাহা হইলে আমার বাক্যের তাৎপর্য্য তাঁহাদিগের হৃদয়ঙ্গম হইবে সন্দেহ নাই। তাঁহারা বিবেচনা করিয়া দেখুন কলিকাতার মধ্যে ভয়ানক ব্যাধি-ভয় কি নিমিত্ত উপস্থিত হয়? ইংলণ্ডেই বা এত অল্প সংখ্য লোকের মৃত্যু হয় কেন? কোন্ রোগে কত লোক প্রাণত্যাগ করে তাঁহারা প্রথমে ইহার নির্ণয় করুন, তাহার পর তন্নিবারণের উপায় অবলম্বন করিবেন।

ডাক্তর চিবর্সের প্রস্তাব পাঠ সমাপন হইলে পর রাজা কালীকৃষ্ণ বাহাদুর এবং রাজা দিনকর রাও প্রস্তাব লেখককে ধন্যবাদ প্রদান করিলেন। পশ্চাৎ বাবু [illegible] চিবর্সের পোষকতা করিয়া এই একটি অধিক কথা বলিলেন যে খাদ্যের প্রতি অমনোযোগ আমাদিগের স্বাস্থ্যোপার্জ্জনের একটি প্রধান অন্তরায় হইয়াছে। তিনি এই [illegible] শাস্ত্রীয় প্রমাণ দ্বারা সকলের বিলক্ষণ হৃদয়ঙ্গম করিয়া দিলেন। তাহার পর রেভরেণ্ড লালবিহারী দে ডফ সাহেবের অনুরোধের বশবর্ত্তী হইয়া এতৎ সম্বন্ধে কিছু কিছু কহিলেন। শেষে ডফ সাহেব এক সুদীর্ঘ বক্তৃতা করিয়া সভাভঙ্গ করিলেন। তাঁহার গত সেসনের বক্তৃতার সহিত এ বক্তৃতার বড় ইতর বিশেষ নাই। ভূতলের মধ্যে কেবল এই [illegible] আকাশ প্রদীপে বাঙ্গলা দেশে অধিক টাকা ব্যয় হইয়া থাকে।

বিবিধ সংবাদ।

২৫এ কার্ত্তিক সোমবার।

আমরা গতবারে লিখিয়াছিলাম,

...চন্দ্র মিত্র পেন্সন লওয়াতে ওয়াইন শিপ ...দে নিযুক্ত হইয়াছেন, কিন্তু সবিশেষ অ... দ্বারা জানা গেল, অদ্যাপিও তৎপদে ... নির্দিষ্ট হয় নাই। একে গবর্ণমেণ্ট শি... সংক্রান্ত কার্য্যে অল্পমাত্র দিয়াছেন, তাহা ...র অযোগ্য লোক নিয়োগ দ্বারা অপ... ...ত না হয়।

...বাই সাটর্ডে রিবিউর সম্পাদক মাক্লি ...দ্রের ১০০০ টাকা মাসিক বেতনে হরকরার ... হইতেছেন। মাকলিন গালিদার ক... ...তাঁর ডেটের জোষ্ঠ সহোদর, বোধ ... এই বারে ইংলিসম্যানকে হারি মানিতে ...বে।

১লা ডিসেম্বর লেডি এলগিনকে সুএজ হ...তে আনিবার জন্য ফেরোজ নামক বাষ্পীয় ...রাজ প্রেরিত হইবে।

...মরা শুনিলাম প্রধানতম বিচারালয় আজ্ঞা করিয়াছেন এক মাসের মধ্যে যে উকী...সব আটটি বার আপীল অগ্রাহ্য হইবে, তাঁ...কে আর তথায় ওকালতী করিতে দেওয়া ...ইবে না। সর বার্নেস পিকক আপীলের সং...খ্যা কমাইবার ও এতদ্দেশীয় উকীলদিগকে ...হ করিবার চেষ্টায় আছেন।

লণ্ডন টাইমস লাড কানিঙের ভূমি সং...ক্রান্ত আজ্ঞার প্রতিবাদ করিয়া বলিয়াছেন ... উদারা কোম্পানির সময়ের যোগ্য রাজনী...তিজ্ঞ ... প্রশংসনীয় রাজনীতির, অধিক কি, তার ...কে আমাদিগের রাজনীতির এক ...কালে পরিবর্ত্ত করা হইতেছে। ... এদিকে ... ...মত পরিবর্ত্ত করিয়া ...লিয়াছেন, সর ... উডেন ভূমি সংক্রান্ত ...আজ্ঞা ভারত ... স্বীকার করিবে। ...কানিঙ, ... ও ... ...দিগের মতামতি ... ...রাজ্যের মনোরঞ্জন করাই ... প্রধান কর্ত্তব্য বিবেচনা করিয়াছিলেন।

ইণ্ডিয়ান মিরুরে লিখিত হইয়াছে, ...র রাজার দারজিলিঙ্গ ... ...ন্যায় এক প্রকার ভূমি ... হইয়া ... তাহার কিঞ্চিৎ কলিকাতার ... পণ্ডিতগণের নিকট প্রেরণ ...য়াছেন।

অযোধ্যাগেজেট বলেন, উত্তরা গোল ... সেনাদলের এক জন সার্জ্জেণ্ট এক অপরাধে রুদ্ধ হইয়াছিল। সে সান্ত্রিদিগের অজ্ঞাতসারে এক কূপে পড়িয়া প্রাণত্যাগ করিয়াছে। নরহত্যা, আত্মহত্যা, দ্যূতক্রীড়া, প্রধানের প্রতি অবাধ্যতা প্রভৃতি কয়েকটি দোষ একণে সেনাদলে প্রচুর পরিমাণে প্রবিষ্ট হইয়াছে। ইহার মূল সংশোধন আবশ্যক।

উক্ত পত্র আরও বলেন, সিন্ধুর কমিসনর ঘোষণা করিয়াছেন, যে ব্যক্তি পঙ্গপাল নষ্ট করিবার অব্যভিচরিত উপায় উদ্ভাবন করিবেন, তাঁহাকে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া যাইবে।

টাইমস অব ইণ্ডিয়া বলেন, মহিশুর মাঝে নানা সাহেবের ...। এক জন অনুচর হায়দরাবাদে ধৃত হইয়াছে। বিদ্রোহের সদস্যেরা একে একে সকলেই ধৃত হইতেছেন।

আমরা কয়েক সপ্তাহ অবধি ঢাকায় দেশহিতৈষিণী সভার কথা শুনিয়া আসিতেছি, ঢাকানিউস সে দিবস বলিয়াছিলেন আড়ম্বর পরিত্যাগ করিলে সভা অধিক কাজ করিতে ...ন। কিন্তু ঢাকাপ্রকাশে সভার বিবরণ পাঠ করিয়া বিস্ময়াপন্ন হইয়াছি, সভার কেবল আড়ম্বর সার সভ্যেরা বড় ... বাঙ্গাল দেশে সৎক্রিয়াসাধনপ্রবেশের অনেক বিলম্ব আছে।

২৬এ কার্ত্তিক মঙ্গলবার।

গত কল্য ইংলণ্ডেশ্বরীর জ্যেষ্ঠ পুত্রের বয়ঃপ্রাপ্তির উপলক্ষে যে ... হয় তাহাতে বহুলোকের সমাগম হইয়াছিল।

গত কল্য নিম্ন লিখিত ... বিক্রীত হইয়াছে।

	নাম্বর	মোট টাকা
লেহোরের	১৩০৪	১৮,৮৬৫০
কাশীর	১১০১	১৪,৬৬,৫১০

জকরদীন হোসেন নামক এক জন ভূতপূর্ব্ব বিদ্রোহী ও হত্যাকারী ধৃত হইয়াছে।

দিল্লীগেজেট বলেন, জব্বলপুর হইতে ... তুলা ... দিকে প্রেরিত হইবে-... লাভ হইলে ... প্রবৃত্ত হইয়া ...তুলা উৎপাদন করিবে, তাহাদিগের নিমিত্ত ... বিল অথবা এইরূপ কোন উপায় অ...বলম্বন করিবার আবশ্যকতা নাই। যাহারা ... দিয়া কৃষকদিগকে দাসবৎ খাটাইয়া লইতে চায় তাহাদিগেরই কণ্ট্রাক্ট বিল আবশ্যক।

উক্ত পত্র হেরাট হইতে সংবাদ পাইয়াছেন এক জন পারস্য দূতের যত্নে দোস্ত মহম্মদের সহিত সুলতান জানের সন্ধি হইয়াছে।

উক্ত পত্র প্রকাশ করিয়াছেন, ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট সিন্ধু নদীর জরিপ করিতে যে নিষেধ করেন, সে আজ্ঞার পরিবর্ত্ত করিয়াছেন। শীঘ্র তথায় কার্য্য আরম্ভ হইবে।

এক জন মাটিবর হইতে লিখিয়াছেন, এক ব্যাঘ্র তথায় দুই তিনটি বালক ও বালিকার প্রাণ নাশ করিয়াছে।

২৭এ কার্ত্তিক বুধবার।

আগামি সোমবার ভারতবর্ষীয় রেলওয়ে পাটনা পর্য্যন্ত খুলিবে। আপাততঃ এই নিয়ম করা হইয়াছে আরোহিদিগকে এককালে স্থান লইয়া যাওয়া হইবে না, এক দিবস ... থাকিতে হইবে।

এই শনিবার পূর্ব্ববাঙ্গালার রেইলওয়ে কুষ্টিয়া পর্য্যন্ত খুলিবে। এতদুপলক্ষে এক ভোজ হইবে।

আলাহাবাদ গেজেট বলেন ভারতবর্ষীয় রেইলওয়ে কোম্পানি বহুদূরগামী আরোহীদিগের সুবিধার জন্য এক প্রকার নূতন শকট করিবেন তন্মধ্যে শয়ার ... আমেরিকার রেইলওয়ে শকটে ঐ প্রকার শয্যা আছে।

... নিউজের চট্টগ্রামের প্রেরিত পত্র দ্বারা জানা যাইতেছে বর্মা ও ... সাহেবের অনুগ্রহে এক বাটী ও এক পুস্তকালয় হইবে, উহার জন্য ২,৫৫৯ টাকা সংগৃহীত হইয়াছে, ... সময় আছে বটে কর্ত্তব্য, ... দিগের ... ন্যায় কোন ... র করিলে সবিশেষ উপকার ... হউক অবিলম্বেই চট্টগ্রামের লোকদিগকে ঢাকার সমাজের অপেক্ষা অধিক ... করিতে হইবে।

ফিনিক্সে এক ফরাসী পত্র উদ্ধৃত ... তাহাতে কহিতেছে সেনাপতি ... পরা ... হইয়া যখন ...

...ন ছিলেন, তৎকালে রাজা বিক্টর ইমানিউ-
ল একদিবস তাঁহার সহিত সাক্ষাৎ করিতে
গিয়াছিলেন। ইহা বিস্ময়ের নহে। রাজা ও
গরিবালদির পরস্পর প্রণয় আছে। রোম
ইহার বিষয়ে রাজা ও সেনাপতি উভ-
য়েরই মত সমান এবং উভয়েই ফরাসী
সম্রাটের উপর বিরক্ত। এইনিমিত্ত গারিবা-
ল্ডি ইটালী গবর্ণমেন্ট কর্ত্তৃক নিগৃহীত হ-
ন ও রাজার উপর অসন্তোষ প্রকাশ করেন
নাই।

উক্ত পত্র সম্পাদক বলেন মতে ঘটিত হওয়া
বিষ প্রকৃত বৃত্তান্ত প্রকাশ করিয়াছেন। ঐ
ব্যক্তি বিবি ডেবিডসনের নাম করিয়া নবাব
...দার উমরাদের নিকট হইতে একলক্ষ
টাকা লয়। ... সাধারণকে ... ক-
রিবার জন্য টাকা দেন বলিয়া যে জনরব হয়
তাহা মিথ্যা; বরং একজন মান্দ্রাজী সিবিলি-
য়ান ... বাজার অন্যতম কর্মচারী।
হইতে; ... তাহাদের নি-
য়মের মধ্যে বিচারার্থ অর্পণ করিয়াছেন।
এক লক্ষের মধ্যে ৪০,০০০ পাওয়া গিয়াছে।

২৮এ কার্ত্তিক বৃহস্পতিবার।

আমরা দুঃখিত হইলাম, বর্দ্ধমান এস-
টেটের সম্বাদ ... উঠিয়া যাইতেছে।

বোম্বাইনগরে চারি জন ইউরোপীয় চি-
কিৎসক তত্রত্য গবর্ণমেন্টের নিকটে এই ব-
লিয়া আবেদন করেন যে, ...কম্পাউণ্ডার ও
প্রধান পদবিহীন মেডিকাল কালেজের ছাত্র
চিকিৎসা কার্য্যে প্রবৃত্ত হওয়াতে অনেক অ-
নিষ্ট ঘটিতেছে অতএব তাহাদিগকে চিকিৎসা
করিতে নিষেধ করা ... সর ... বার্টল ...
...তদুত্তরে ... যদি ঐ সকল চি-
কিৎসকের কোন বিশেষ দোষ প্রদর্শিত হইত
তাহা হইলে তিনি ... বিবেচনা করি-
তে পারিতেন; কিন্তু যখন দেখা যাইতেছে,
তাহাদিগের দ্বারা দরিদ্র লোকের অনেক
উপকার হইতেছে, তখন তাহাদিগের ব্যবসা
বন্ধ করিয়া দিয়া কতকগুলি চিকিৎসকের
... চেষ্টা করা কোন মতে উচি-
ত হইতেছে না। সর বার্টল ফ্রিয়র আবেদন
কারিদিগের ... বুঝিতে পারিয়াছেন।

মান্দ্রাজের ... কর্ম্মচারিরা ...
... আইন ... পেন্সনাদি ...
... মিথ্যা গোলযোগ করিয়া উৎকোচ গ্রা-
হীদিগকে মুক্ত করিবার আজ্ঞা করিয়াছেন।
যাহারা মুক্ত হইবে, তাহাদিগের ১০০ টাকা
অর্থদণ্ড ও ছয় মাস মেয়াদ হইবে।

হরকরা বলেন, আট্লান্টিক ... এক ...
... জাহাজ জলমগ্ন হইলে কাপ্তান ও ...
নামক দুই জন আমেরিকার জাহাজের অধ্যক্ষ ও
নাবিকদিগকে রক্ষা করাতে গবর্ণমেণ্ট গবর্ণর

তাহাদিগের উপর অতিশয় সন্তোষ প্রকাশ
করিয়াছেন।

বোম্বাইয়ের ৮ ব্যক্তি একটি স্ত্রীলোককে
ডাইন জ্ঞান করিয়া তাহার নাসিকা ছেদন
করাতে তাহাদিগের ৫ ও ২ বৎসর করিয়া
মেয়াদ হইয়াছে। মূর্খতা কি বিড়ম্বনা!

দক্ষিণ হেরাল্ড বলেন মহারাজ সিন্ধিয়া
আগামিপূর্ণিমায় ১ লক্ষ ব্রাহ্মণ ভোজন করা-
ইবেন।

নিম্নলিখিত নূতন নোট প্রচলিত হই-
তেছে।

[illegible]

কেও অব ইণ্ডিয়া বলেন, মনি নামক এক
জন ব্যারিষ্টর ম্যাঞ্চেষ্টরের বণিক সম্প্রদায়ের
নিকটে প্রস্তাব করিয়াছিলেন ভারতবর্ষে তু-
লা উৎপন্ন করিবার জন্য ... তুলাকর
... তুলাকরের ...
ক্ষমতা ... বণিক সম্প্রদায়
... করিয়াছেন। ... মনি কত
মত প্রকাশ করিতেছেন কিন্তু কেহই যথার্থ
... করিতেছেন না।

... বলেন, দাক্ষিণাত্যে বি-
শেষতঃ পূর্ব্ব বেলারে ... দুর্ভিক্ষ সাতিশয়
... হইয়াছে। ... হইতে ইহার কারণ।

ভারতবর্ষের সকল স্থান অপেক্ষা বেরারের
... সংখ্যা অধিক আছে, বোধ হয়, ইহারা
পৃথিবীর যাবতীয় দস্যু অপেক্ষা চতুর।

ক্যালিফোর্ণিয়ার এক অখাতের পারে এক
প্রকার ঘাস জন্মে, তাহার তুলায় উত্তম বস্ত্র
হইতেছে। ... নগরে এক ধনী বণিক

ইহার ব্যবসা আরম্ভ করিয়াছেন। ...
বোধ হয় তুলার অনেক গৌরব বাড়িবে।

২৯এ কার্ত্তিক শুক্রবার।

যাঁহারা লাঙ্কেশায়রের অন্নহীনদিগের
সাহায্যার্থ সভা করিয়াছিলেন তাঁহারা
ইহার মধ্যে ৩৬০০০ টাকা সংগ্রহ করিয়া
ছেন। জয়পুরের রাজা তন্মধ্যে ...
টাকা প্রদান করিয়াছেন। রাজপুতনার
অন্য রাজারাও শীঘ্র চাঁদা দিবেন। ইতি
এখান হইতে ৪ লক্ষ টাকা প্রেরিত হইয়া...

সম্প্রতি নলহাটি ষ্টেসনের নিকটে ৭
ব্যক্তির প্রাণ নষ্ট হইয়াছে। এক জন পুলি
ইনস্পেক্টর, ছয় জন কনষ্টেবল ও এক জ
জমাদার এক ঠেলা গাড়ি ভাড়া করিয়া রেল
ওয়ে দিয়া যাইতেছিলেন, এমত সময়ে দুর্ভ
দের বাষ্পীয় শকট আসিয়া পড়িবাতে তা-
হারা সকলে এক কালে চূর্ণ হইয়া গিয়াছেন।
যে ব্যক্তি ঠেলা গাড়ি ভাড়া দিয়াছিল তাহা
কে রুদ্ধ করা হইয়াছে।

ইংলিসম্যান শ্রবণ করিয়াছেন, সর ...
রোজ একদিন অশ্বারূঢ় হইয়া যাইতেছিলে
আতপ তাপিত হইয়া মূর্চ্ছিত কায়া ভূতলে
পতিত হন, একণে তিনি কিঞ্চিৎ সুস্থ হই
ছেন।

১লা অগ্রহায়ণ শনিবার।

একজন চন্দ্রকোণা হইতে লিখিয়া পাঠাই
য়াছেন, কিছু দিন হইল মেদিনীপুর জিলার
অন্তর্গত নেড়াদেউল নামক সরাইয়ের কিঞ্চি
দূরে গোবর্দ্ধন খালের তীরস্থ ডাঙ্গা ভূমির
উপর হঠাৎ এক আশ্চর্য্য দহ পড়িয়াছে। দহটী
অতিশয় গভীর ও ... অনেকে বলে খোশ
পাঁচড়া পুরাতন জ্বর বাত প্রভৃতি অনেক প্র-
কার রোগাক্রান্ত লোক তাহাতে স্নান ও তা-
হার জল পান করিয়া স্বাস্থ্য লাভ করিয়াছে।

দক্ষিণ হেরাল্ড বলেন এক জন আফি-
সর বিচারকার্য্যে নিয়োজিত এক কর্ম্মচারির
স্ত্রীকে ব্যভিচারিণী করাতে উহার স্বামী উঁহা
কে অত্যন্ত প্রহার করেন। আফিসরকে তনি
বন্ধন কর্ম্ম ত্যাগ করিতে হইয়াছে। সেনাধ্য
কি সম্মুখ্য জীবনের ন্যায় ধর্ম্মনীতিকেও তুচ্ছ
জ্ঞান করেন?

নিম্ন লিখিত মূল্যে গবর্ণমেন্টের কাগজ
বিক্রীত হইতেছে:—

৪ টাকার সিকা	৯২ —৯২
৪ টাকার কোম্পানির	৯৪ ০—৯৪
৫ টাকার সিকা	১০৪৸০—১০
৫ টাকার কোম্পানির	১১২।০—১১২

প্রধানতম বিচারালয়।

জুমক ও বেমর এর ৩৫০ টাকা চুরি করাতে
তাহাদিগের ২০ বৎসর মেয়াদ হইয়াছে।

গীচরণ ও গিরিধারী এক শত টাকার খানি নোট চুরি করাতে তাহাদিগের সর মেয়াদ হইয়াছে।

.াম্রচাঁদ মাল এক বেশ্যার কয়েক খানি ার অপহরণ করাতে তাহাকে তিন বৎসর কারাগারে থাকিতে হইবে।

হরিদাস নামক একব্যক্তি এক জনের বাটী দাঁহ দেওয়াতে তাহার ১১ বৎসর দ্বীপান্তর বাসের আদেশ হইয়াছে।

রাম নামক এক ব্যক্তি কতকগুলি অলঙ্কার চুরি করিয়া নফর নামক অপর এক ব্যক্তিকে দেয়। তন্নিমিত্ত প্রথম ব্যক্তির এক বৎসর ও দ্বিতীয়ের তিন বৎসর মেয়াদ হইয়াছে।

আনন্দ দাস এক ছড়া সোনার চেন চুরি করিয়া বেণীমাধব চৌধুরীকে দেয়। তন্নিমিত্ত তাহার ৭ বৎসর দ্বীপান্তর বাসের ও বেণীমাধবের এক বৎসর কারাবাসের আজ্ঞা হইয়াছে।

মদনমনি শাহ, নেতয়াবি মল্লিক ও খেদা একখানি কাচপি মসমল চুরি করাতে তাহাদিগের দুই বৎসর মেয়াদ হইয়াছে।

শিবনাথ সেন ১০০০ টাকার নোট চুরি করিয়াছিল বলিয়া তাহার দুই বৎসর মেয়াদ হইয়াছে।

ইউরোপীয় সমাচার।

নেপলস ১৩ই অক্টোবর।

অনেক পাদরী ও বোরবন পক্ষীয়েরা রাজা বিক্টর ইমানিউএলের বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া ধৃত হইয়াছে। যে সকল কাগজ পত্র পুলিশদ্বারা ধৃত হইয়াছে তদ্দ্বারা রোমীয় গবর্ণমেণ্টের দোষ সপ্রমাণ হইয়াছে।

লণ্ডন ১০ই অক্টোবর।

ম্যাকিলন পটম্যাক নদীতে এক সেতু করিয়া লারপার ফেরিতে পার হইবার চেষ্টায় আছেন। বিদ্রোহীরা যুদ্ধে বিরত হইয়া তাঁহার প্রতিরোধ করিবার চেষ্টায় একত্রিত হইয়াছে।

নিউকাসলে মাডষ্টোন সাহেব বলিয়াছেন বিদ্রোহী সভাপতি ডেবিস সেনা ও রণতরিদল সংগ্রহ করিয়াছেন, অতএব তিনি শীঘ্র স্বাধীন হইবেন। এরূপ জনশ্রুতি যে লর্ডীয় গবর্ণমেণ্ট শীঘ্র দক্ষিণ বিভাগকে স্বাধীন বলিয়া স্বীকার করিবেন।

লণ্ডন ১৮ই অক্টবর—আমেরিকা ও ইটালিবিষয় বিবেচনার্থ এক বিশেষ মন্ত্রিসভা হয়।

২৫এ অক্টবর—৮ই কেণ্টকিতে ভয়ানক যুদ্ধ হইয়াছে। বিদ্রোহীরা অনেকে হত ও পরাজিত হইয়াছে। গবর্ণমেণ্টের ৩০০০ লোক হত হইয়াছে। বিদ্রোহীরা পটম্যাক পার হইয়া চেম্বর্সবর্গ অধিকার করিয়াছে। গবর্ণমেণ্ট কাস্তি উপনিবেশের অধ্যক্ষ ত্যাগ করিয়াছেন। বিদ্রোহিদিগের প্রতিনিধি সভার কর্তারা রাজস্ব বিষয়কে বলিয়াছেন যে তিনি বলপূর্ব্বক ঋণ সংগ্রহের তুল্যার বস্তু ইউরোপে বিক্রয়ার্থ প্রেরণ করেন।

নিউইয়র্ক ১৭ই অক্টোবর। নিউইয়র্কে সাধারণ লোকদিগের এক সভা হইয়াগিয়াছে। সভাপতি লিঙ্কলনের ঘোষণা পত্রের প্রতি দোষারোপ করা হইয়াছে। বিদ্রোহীরা পেন্সিলভেনিয়ার বড় রেইলওয়ে নষ্ট করিয়াছে।

প্যারিস ২৭এ অক্টবর—ডি. লাটোর অবসৃত হইলেন। টাসিনাও বারলিন ও লাটুরের টিউরিনে যুক্ত হইয়াছেন। রাটেজি ইটালীয় মন্ত্রিবর্গের মধ্যে রহিলেন।

গারিবল্ডি অনেক সুস্থ হইয়াছেন। গ্রীসে বিদ্রোহ হইয়াছে। ইহাতে মহা বিপদ আশঙ্কা হইয়াছে।

লণ্ডন ১৮ই অক্টবর—থুবেনেল পদত্যাগ করিয়াছেন। ডুহেন ডিলহিস তদীয় পদে নিযুক্ত হইয়াছেন। রোমের ও পারিসিয়িদের পদ ত্যাগের সম্ভাবনা।

প্রুশীয় গবর্ণমেণ্ট পুনর্ব্বার আয় ব্যয়ের হিসাব পরিবর্ত্ত করিয়াছেন। মহাসভা তা অগ্রাহ্য করাতে রাজা সভা বন্ধ করিয়াছেন। গারিবাল্ডি অল্পে অল্পে আরোগ্য হইতেছেন। তিনি সুস্থ হইলে ইংলণ্ড দর্শন করিবেন।

বিদ্রোহীরা করিন্থের নিকটে গবর্ণমেণ্ট সেনাদিগকে আক্রমণ করে, কিন্তু দুই দিবস ভয়ানক যুদ্ধের পর পরাজিত হইয়াছে। বারকেনহেডে সম্প্রতি গারিবাল্ডির বিরুদ্ধে এক সভা হইয়া ভয়ানক দাঙ্গা হওয়াতে গবর্ণমেণ্ট লণ্ডন ও মাঞ্চেষ্টারের প্রকাশ্য স্থানে সভা করিতে নিষেধ করিয়াছেন।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

৩রা নবেম্বর। নিম্নলিখিত কর্ম্মচারীরা আপন আপন জেলার ফেবিকও কমিটির মেম্বর হইবেন।

মেজর এ. এচ. পার্টর্ন, পাটনার পুলিসের ডিষ্ট্রিক্ট সুপরিণ্টেণ্ডেণ্ট হইবে

কাপ্তেন রিবাল চিহুতের	ঐ
কাপ্তেন, সিবাই সাহাবাদের	ঐ
কাপ্তেন সি. ডি.এস ক্লার্ক, বেহারের	ঐ

লেপ্টেনেণ্ট আর. এস.জিমার সাহেবের সহকারী পুলিস সুপরিণ্টেণ্ডেণ্ট।

৪ঠা নবেম্বর। সালকীয়ার বুলোক বাবু নরোত্তম মল্লিক বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভার ৬ আইন অনুসারে হাওড়ার ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইবেন

৫ই নবেম্বর। যতদিন ডাক্তার জু না আসিবেন ততদিন সব আসিষ্টাণ্ট সরজন বাবু দ্বারকানাথ ভট্টাচার্য্য ভাগলপুরের বিলরেকাবের চিকিৎসার ভার পাইবেন।

৫ই নবেম্বর। আর, জে, রিচার্ডস বেহারের সিবিল ও সেসিয়ান জজ হইবেন কিন্তু যতদিন অন্য কোন আজ্ঞা না হয় রাজসাহীর প্রতিনিধি কমিসনর থাকিবেন।

পাটনার প্রতিনিধি সিবিল ও সেসিয়ান জজ ই.এফ. লাটোর সাহেব তথায় সম্পূর্ণ সিবিল ও সেসিয়ন জজ হইবেন।

এ.আর. টমসন সাহেব হাওড়ার মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন। কিন্তু যতদিন অন্য কোন আজ্ঞা না হয় নদীয়ার প্রতিনিধি সিবিল ও সেসিয়ন জজ থাকিবেন।

এল.সি.কাউল সাহেব রাজসাহীতে প্রথম শ্রেণীর মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন কিন্তু যতদিন অন্য কোন আজ্ঞা না হয় সাহাবাদের প্রতিনিধি সিবিল ও সেসিয়ন জজ থাকিবেন।

জে.আর. মনক্রাট সাহেব রাজসাহীর প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর থাকিবেন।

এচ.সি. সদরল্যাণ্ড রংপুরের প্রতিনিধি জয়েণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

বাবু দিগম্বর বিশ্বাস মুর্শিদাবাদ দেওয়ানী আদালতের প্রতিনিধি জজ হইয়া উক্ত জেলার সদর আমীর ক্ষমতা পাইবেন।

পাটনার ছোট আদালতের জজ ডবলিউ, নাইট সাহেব নিজ কর্ম্মাতিরিক্ত ঐ কর্ম্মের প্রতিনিধি জজ হইবেন।

বেবরেও আর নুও দমদমার পুরোহিত হইবেন।

বেবরেণ্ড জি.বি.কট এয়াবট গৌহাটির পুরোহিত হইবেন।

পূর্ণিয়ার প্রতিনিধি সিবিল আসিষ্টাণ্ট সরজন পি,এফ, বিল্ সাহেব ঐ স্থানে সম্পূর্ণ পদস্থ হইবেন। ময়মনসিংহের প্রতিনিধি সিবিল আসিষ্টাণ্ট সরজন আর. বারবর্স সাহেব তথায় সম্পূর্ণ পদস্থ হইবেন।

সব আসিষ্টাণ্ট সরজন বাবু অন্নদাচরণ কাস্তগিরি বরিশালের দাতব্য চিকিৎসালয়ের ভার পাইবেন।

১লা নবেম্বর—লেপ্টেনাণ্ট এফ ফেগান কলিকাতার কমিশনরের প্রতিনিধি নিযুক্ত হইয়াছেন।

আসামের অস্থায়ী এজেণ্টের অধীনস্থ সহকারী কমিসনর এ. সি. ক্যাম্বেল সাহেব সদর আমিনের ক্ষমতা পাইয়াছেন।

বালেশ্বরের প্রতিনিধি ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর মৌলবী গোলাম সবদর দিন কুলসুপরিণ্টেণ্ডেণ্টের বিচারের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

৭ই নবেম্বর—মেজর আর.এল টমসন ১ প... নিজ বঙ্গদেশীয় পুলিস সেনাদলের অধ্যক্ষ হইয়াছেন।

পাটনার সদরের ডেপুটি ইনিস্পেক্টর ... বাবু শিউ ভাগলপুরের ... বদল হইবেন। ... প্রথমশ্রেণীর ... ইন্সপেক্টর হইবেন।

... দ্বিতীয় শ্রেণীর সহকারী পুলিস সুপরিণ্টেণ্ডেণ্ট লেপ্টেনাণ্ট ওয়েষ্ট সাহাবাদে বদলী হইয়াছেন।

[illegible]দের সহকারী পুলিশ সুপারিন্টেণ্ডেন্ট এক [illegible] [illegible] পুলিশ [illegible] ইন্স্পেক্টর [illegible] [illegible] হইয়াছেন।

পত্রপ্রেরকের প্রতি।

[illegible]পুরের সুলের পত্র এবং [illegible] অপ্রকাশিত রহিল।

[illegible] প্রেরিত পত্র [illegible] [illegible] বহরের পূর্ব [illegible]

[illegible] রক্ষিত [illegible] পত্র [illegible] [illegible] পরিত্যাগ না করি [illegible] প্রেরণ [illegible] করা যা। এদেশের কতবিদ্যেরা [illegible] সম্পাদন করিয়া [illegible] পশ্চাৎ [illegible] রক্ষণ করিবার চেষ্টা পাইবেন।

[illegible] কোন [illegible] [illegible] আপনার [illegible] দিন।

[illegible] শ্রী [illegible] চন্দ্র [illegible] যে পত্র পাঠাইয়াছেন, তাহা আপাততঃ অপ্রকাশিত রহিল তিনি [illegible]বাসীদের সহিত আমাদিগের বিচার উপস্থিত দেখিয়া আমাদিগের মতের অনুমোদন করিয়া যে ব্যবস্থা প্রেরণ করিয়াছেন, তাহাতে আমরা পরমোপকৃত ও অনুগৃহীত হইলাম।

পাবনার পত্রপ্রেরক [illegible] কয়েক জন [illegible] নিন্দা করিয়া যে পত্র পাঠাইয়াছেন, তাহা আমরা এই [illegible] প্রকাশ করিলাম না। যে যুবের তাদৃশ দোষ সম্ভাবিত [illegible] নহে।

১১

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয় সমীপেষু।

[illegible] কার্তিকের সোমপ্রকাশে একখানি " [illegible] [illegible] পত্র পাঠ করিয়া [illegible] হইয়াছিল তাহার উত্তর [illegible] [illegible] অনবকাশ নিবন্ধন তাহা ঘটিয়া উঠে নাই। অবশেষে ৮ই কার্তিকের পরিদর্শক পাঠ করিয়া আর থাকিতে পারিলাম না।

ইতি পূর্ব্বে বৈদিক [illegible] শ্রীযুত আনন্দচন্দ্র [illegible]বাগীশের সহিত আপনার মতের অনৈক্য [illegible] নিবন্ধন আপনি [illegible] [illegible] কুসংস্কারাবিষ্ট বলেন। তাহাতে [illegible] মহাশয় (১) * * * * * * * [illegible] মাই [illegible] পত্র লিখিয়া সোমপ্রকাশে ছাপা [illegible] আপনি তাহা [illegible] নাই, তবে * * * * * * [illegible] আপনার [illegible] [illegible] মত [illegible] এবং [illegible] [illegible] চেষ্টা করিতে ত্রুটি করেন [illegible] [illegible] [illegible] [illegible] চেষ্টা [illegible] আপনার [illegible] [illegible] পত্র সোমপ্রকাশে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] আছেন, [illegible] পরিদর্শক [illegible] আমাদের অনুরোধ [illegible] [illegible] [illegible] [illegible] সম্প্রদায়ী [illegible] [illegible] কোন্ [illegible] হইয়াছে, তাহা [illegible] বলিতে [illegible]। যত দূর স্মরণ হয়, [illegible] বলিতে পারি যে, আপনি [illegible] পর [illegible] নিবন্ধন [illegible] করিয়া থাকিয়াছিলেন। [illegible] পত্রপ্রেরক [illegible] [illegible] আমা [illegible] [illegible] [illegible] এক জন [illegible] [illegible] পত্রপ্রেরক [illegible] [illegible] আপনি [illegible] [illegible] অনুরোধ করিবার নিমিত্তই [illegible] আসিয়াছিলেন, [illegible] আর [illegible] [illegible] নিকট আসেন নাই।

আপনি [illegible] প্রথমে আপনার সহিত আমার [illegible] সাহিত্য ও সমাজ বিষয়ে কথোপকথন হয়। [illegible] আমিই আপন [illegible] [illegible] কথা জিজ্ঞাসা করিয়াছিলাম, [illegible] আপনি [illegible] [illegible] উপর [illegible] [illegible] [illegible] করিয়াছিলেন [illegible] আমাদের [illegible] (৪) [illegible] [illegible]

(২) [illegible] [illegible] [illegible] [illegible] আমাদিগের কি [illegible] [illegible] [illegible] [illegible] বুঝিতে পারিতেছি না। সেই পত্র একণে [illegible] [illegible] [illegible] কি অনিষ্ট ঘটিয়াছে, তাহাও [illegible] [illegible]

[illegible] পাঠকগণ এই [illegible] [illegible] পূর্ব্বক পাঠ করিবেন। স।

(৪) কি কথা হইয়াছিল, কিছুমাত্র স্মরণ নাই। আমাদিগের [illegible] [illegible] [illegible] আছে আমরা [illegible]বাগীশের কোন কথা [illegible] নাই। তাঁহার কথা উচিত হইলে আমরা তাহা লইয়া আন্দোলন করি নাই, কখনও অভিযোগ হয় নাই। বিশেষ [illegible]বাগীশের [illegible] পত্র সোমপ্রকাশে প্রকাশিত হইবে কি না, [illegible] আমরা তাহা [illegible] করি নাই। স।

[illegible] [illegible] হইতে [illegible] আপনি [illegible] [illegible] পারিবেন না। [illegible] আপনি [illegible] বিষয় [illegible] করেন নাই। [illegible] আমার কারী [illegible] শ্রীযুত [illegible] [illegible] [illegible] ও [illegible] অধ্যাপক [illegible] [illegible] [illegible] প্রকাশ [illegible] কুলগাছি [illegible] [illegible] [illegible] উপাধ্যায় নহে, [illegible] হয়। সে সময়ে [illegible] [illegible] শিরোমণি দুর্গাদাস ভট্টাচার্য্য ছিলেন।

[illegible] পরিদর্শকসম্পাদক [illegible] [illegible] [illegible] যত দিন ঐ পত্র [illegible] হইতে কলেবরে প্রকাশিত না হইতেছে নিমিত্ত [illegible] [illegible] [illegible] [illegible] পরিদর্শকের [illegible] মিত্র আমিই [illegible] সুতরাং আপন [illegible] [illegible] [illegible] নিমিত্ত [illegible] [illegible] [illegible] [illegible] হইল, [illegible]বাগীশের প্রেরিত এক খানি পত্র পরিদর্শক [illegible] দেখিয়াছিলাম এবং [illegible] [illegible]বাগীশের [illegible] পূর্ব্বে পরিদর্শক [illegible] [illegible] [illegible] হয়। [illegible] এই সামান্য বিষয়ে [illegible] [illegible] পরিদর্শক পাঠকদিগের অসন্তোষ হয়, সেই নিমিত্তই আমি সেইদিন আমার অন্যতর সহকারী শ্রীযুক্ত বাবু কালীপ্রসন্ন [illegible] [illegible] করিয়াছিলাম যে, পরিদর্শকসম্পাদক আসিলে তাঁহাকে [illegible] করিবেন, পরিদর্শকে এপ্রকার কথা [illegible] প্রকাশিত না হয় [illegible] বিষয়ে আর কোন কথাই উত্থাপিত হয় নাই।

[illegible] পূজার দিন পরিদর্শক সম্পাদক [illegible] [illegible] আসিয়াছিলেন এবং [illegible] দিনের [illegible] প্রমাণ আমি তাঁহাকে বলি যে, " সোমপ্রকাশ সম্পাদক আসিয়াছিলেন তাঁহার পত্রের [illegible] নিমিত্ত আমি দুই [illegible] টাকা (৫) [illegible]

(৫) এক দিবস [illegible] [illegible] [illegible] বিদ্যালয়ের [illegible] [illegible] [illegible] শ্রীযুক্ত বাবু কালীপ্রসন্ন [illegible] [illegible] পণ্ডিত শ্রীযুক্ত [illegible] [illegible] [illegible] এই কথা বলিয়া আমা[illegible] [illegible] এক চিঠি [illegible] " [illegible] আমার বাবু [illegible] [illegible] নিমিত্ত দুই শত টাকা [illegible] [illegible] [illegible] এই কথা [illegible] চিঠি দেখিয়া আমাদিগের [illegible] এই [illegible] [illegible]

(১) পূর্ব্ব [illegible] [illegible] কোন কোন অংশ পরিত্যক্ত হইল।

[illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক

মহাশয় সমীপেষু।

[illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক

মহাশয় সমীপেষু।

২২ কার্ত্তিকের ... [illegible]

[illegible]

প্রাপ্তি স্বীকার।

[illegible]

সোমপ্রকাশ

"প্রবর্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং।"

৫ ভাগ। ২ সংখ্যা। | সন ১২৬৯। ১০ অগ্রহায়ণ। ইং ১৮৬২। ২৪ নবেম্বর | মাসিক মূল্য ১ টাকা বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশ।

১০ই অগ্রহায়ণ সোমবার।

জয়ন্তিয়ার বিদ্রোহ।

ঢাকা নিউস লিখিয়াছেন জয়ন্তিয়ার বিদ্রোহীরা অদ্যাপিও অস্ত্র পরিত্যাগ করে নাই। গ্রাণ্ট সাহেব পূর্ব্বে ক্ষমা প্রদর্শন ঘোষণা করিয়া দিয়াছিলেন, বীডন সাহেবও স্বয়ং আসামে গমন করিয়া সর্দ্দারদিগকে এক দরবারে আহ্বান করেন এবং পুনর্ব্বার ক্ষমা প্রদর্শন ঘোষণা করিয়া দেন, কিন্তু কেহই কৃতকার্য্য হইতে পারেন নাই। প্রায় দশ সহস্র বিদ্রোহী সমবেত হইয়া আছে। তাহারা গবর্ণমেণ্টের বাক্যে বিশ্বাস করিতেছে না। তাহারা কহিতেছে, গবর্ণমেণ্ট যদি নিম্নলিখিত চারিটি প্রস্তাবে সম্মত হন, তাহারা অস্ত্র ত্যাগ করিবে।

প্রথম, ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের কর্ম্মচারিদিগের হস্তে তাহাদিগের শাসনভার সমর্পিত না হইয়া সর্দ্দারদিগের হস্তে সমর্পিত হইবে।

দ্বিতীয়, সর্ব্বপ্রকার কর উঠাইয়া দিতে হইবে।

তৃতীয়, তাহাদিগের দেশের মধ্যে সিপাহী থাকিবে না।

চতুর্থ, গবর্ণমেণ্টকে তাহাদিগের হস্তে দারগাদিগকে সমর্পণ করিতে হইবে।

তাহারা যে কয়েকটী প্রস্তাব করিতেছে, তদ্দ্বারা তাহাদিগের মনের ভাব ও বিদ্রোহ প্রবৃত্তির কারণ স্পষ্ট বোধগম্য হইতেছে। গবর্ণমেণ্টের করগ্রহণপ্রয়াস এবং তাহার উচ্ছেদে অসম্মত হইলে কর্ম্মচারিদিগের অত্যাচার করিয়া তদাদায় চেষ্টা এই দুটী তাহাদিগের হৃদয়ে বিদ্রোহবহ্নি প্রদীপিত করিয়া দিয়াছে। কর্ম্মচারিদিগের যদি অত্যাচার না থাকিবে, গবর্ণমেণ্ট দারগাদিগকে তাহাদিগের হস্তে সমর্পণ করেন, তাহারা এরূপ অনুরোধ করিবে কেন? অপর, তাহারা গবর্ণমেণ্ট কর্ম্মচারিদিগের শাসনাধীনে থাকিতে চাহিতেছে না বা কেন? গবর্ণমেণ্টের কর্ম্মচারিরা যে তাহাদিগের উপর অত্যাচার করিয়াছেন, তদ্বিষয়ে আমাদিগের অণুমাত্র সন্দেহ জন্মিতেছে না। অত্যাচার করা উঁহাদিগের একটী রোগ আছে, তাহা আমাদিগের অবিদিত নাই।

উল্লিখিত বন্যজাতীয়েরা এক প্রকার স্বাধীনতা লাভের প্রার্থনা করিয়াছে। এ প্রার্থনা অনৈসর্গিক নহে। মনুষ্যের অন্তরে স্বাভাবিক স্বাধীনতা প্রবৃত্তি আছে। উহা যখন অন্যকৃত অত্যাচাররূপ বায়ু দ্বারা তাড়িত হয়, উদ্দীপিত হইয়া উঠে। কিন্তু গবর্ণমেণ্ট যে উঁহাদিগের প্রার্থনা পরিপূরণে সমর্থ হইবেন, বোধ হইতেছে না। যদিও তাঁহারা দুষ্ট সন্তুষ্ট ঔদার্য্য ও [illegible] শীলতা স্বীকারে উন্মুখ হন, [illegible] তাঁহাদিগকে তদ্বিষয়ে অনুমতি প্রদান [illegible] রিবে না। ভারতবর্ষে তাঁহারা বরাবর [illegible] সমারাই সন্ধিনিয়ম প্রস্তাব করিয়া [illegible] সহিত সন্ধি করিয়া আসিয়াছেন, [illegible] যে তাঁহারা শত্রুকৃত নিয়ম প্রস্তাবে [illegible] হইয়া সন্ধি করিবেন, কোন ক্রমেই [illegible] বিত নহে। বিশেষতঃ খসিয়ারা অতি [illegible] মান্য শত্রু।

এই বিষয় লইয়া সমাচার পত্র [illegible] সক মহলে তুমুল আন্দোলন [illegible] হইয়াছে। অনেকে উক্ত বন্য [illegible] গণকে একবারে উন্মূলন করি[illegible] দিতেছেন। তাঁহারা বাক্যমধ্যে [illegible]

...কল্পনা করিয়া হেতুবাদ স্থলে ...প্রদর্শন করিতেছেন। গবর্ণমেণ্ট ...ই অলীক বাক্যে ভীত হইবেন, এত ...নার নহেন। বিপক্ষগণ ব্রিটিস জাতির ...কটে খদ্যোত স্বরূপ। তাহাদিগের না ...হে অস্ত্রবল, না আছে শিক্ষা নৈপুণ্য, ...আছে সেনাপতি; তাহারা কতক্ষণ ব্রিটি- ...গবর্ণমেণ্টের সহিত প্রতিযোগিতা করি- ...সমর্থ হইবে?

...গবর্ণমেণ্ট অনুদারচিত্ত অসৎপরা- ...র্শিদিগের বাক্যে একটী জাতিকে যে উ- ...লন করেন, ইহা কোন ক্রমেই আমাদি ...র অনুমোদিত নহে। তাঁহারা আত্মশো... রক্ষণ করিয়া উল্লিখিত বন্যজাতীবদি- ...ক আংশিক স্বাধীনতা প্রদান পূর্ব্বক যা ...তে বিবাদের শেষ করিতে পারেন, সেই ...ষ্টা করুন। তাহাতে তাঁহাদিগের মহ ...র বৃদ্ধি বিনা হ্রাস হইবে না। যদি তাঁ ...দিগের এরূপ শঙ্কা থাকে যে বন্য জাতী ...রা সময়ে সময়ে ব্রিটিস অধিকার মধ্যে ...বিষ্ট হইয়া উপদ্রব করিবে, রাজ্যের ...া সীমায় নিয়মিত সৈন্য রাখিয়া দি- ...ই সে শঙ্কা দুরীভূত হইতে পারে। অ ...র রাজ্য অধিকার করিয়া স্বাধিকার ...দ্ধি করা এবং অন্য অন্য জাতির উন্মূলন ...ষ্টা করা বিশুদ্ধ রাজনীতির অনুমোদিত ...হ। এতৎ কার্য্য দ্বারা বহুতর অনর্থ ঘ ...া হইয়া থাকে। ব্রিটিস গবর্ণমেণ্ট বহু ... তাহার প্রমাণ প্রাপ্ত হইয়াছেন। ঐ ...বিশুদ্ধ রাজনীতির অনুগামী হইয়া ...ক্রিয়া কার্য্য করিয়াছিলেন বলিয়া ... তাঁহারা সচ্ছল হইতে পারিতে ...

... অত্যাচার করিবার ... উপায়।

...কোর্টার মাষ্টারেরা সৈন্যের যাত্রা ... ও খাদ্য দ্রব্যাদির আহরণার্থ ...আর পর নাই অত্যাচার করে। এতৎ সংক্রান্ত যে আইন আছে, তাহা অ-নিবারণ বিষয়ে পর্য্যাপ্ত হয় না। এতন্নিবন্ধন চতুর্দ্দিক হইতে করুণ ও আর্ত্ত বিলাপ ও আবেদনধ্বনি সতত শ্রুতি গোচর হইয়া থাকে। রাজপুরুষেরা এত যে অন্যমনস্ক, তথাপি ঐ করুণধ্বনি তাঁহাদিগের শ্রুতি পথের উদ্বেগকারী হইয়াছে। গত ১৫ই নবেম্বরের বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভায় ঐ কথা উত্থাপিত হইয়া পূর্ব্ব আইন সংশোধন পূর্ব্বক একটী নূতন আইনের পাণ্ডুলেখ্য করা হইয়াছে এবং ঐ পাণ্ডুলেখ্য সিলেক্ট কমিটীর বিবেচনার্থ সমর্পিত হইয়াছে। আডবোকেট জেনরল, বাবু প্রসন্নকুমার ঠাকুর, মৌলবী আবদুল লতীফ এবং আলেন সাহেব ইঁহারা সিলেক্ট কমিটির অন্তর্নিবেশিত হইয়াছেন। আলেন সাহেব এই আইনের প্রস্তাবকর্ত্তা। প্রস্তাবিত আইনের তৃতীয় ধারায় এই বিধান করা হইয়াছে যে কর্ম্মচারী আইনের বিরুদ্ধ ব্যবহার করিবেন, তাঁহার ২০০ টাকা অথবা দুই মাস কারাবাস দণ্ড হইবে। বিদ্রোহাদি কালে মাজিষ্ট্রেট ও কালেক্টরাদি দ্বারা বলপূর্ব্বক শকটাদির আহরণ প্রস্তাবিত আইনের অননুমোদনীয় নহে।

সৈনিক পুরুষেরা মফস্বলে যে প্রকার অত্যাচার করে, তাহা কাহার অবিদিত নাই। তাহার পরিচয় প্রদানার্থ অধিকতর প্রয়াস পাইতে হয় না। গোরার পলটন আসিতেছে শুনিলে গ্রামের লোকেরা গৃহ দ্বার রুদ্ধ করে এবং দোকানীরা দোকান বন্ধ করিয়া পলায়নপর হয়। ইহাই ঐ অত্যাচারের উৎকৃষ্ট পরিচায়ক। বাবু প্রসন্নকুমার ঠাকুরও উহার বিষয় সভার গোচর করিয়াছেন। সৈন্য মধ্যে এই নিয়ম আছে, সৈন্যের যাত্রাকালে কোয়ার্টার মাষ্টর ও তাঁহার কয়েকজন অনুচর অগ্রে যান। যে দিবস যে স্থানে ছাউনি হইবে, তিনি তাহা মনোনীত করিয়া সৈন্যের প্রয়োজনোপযোগী দ্রব্যসামগ্রী ও শকটাদি সংগ্রহ করেন। সেই সংগ্রহ কালটী ... অত্যাচার হইবার একটী প্রশস্ত কাল। ...য়ার্টর মাষ্টরের অনুচরেরা ঐ সময়ে ... প্রবৃত্তিকে সুন্দররূপে চরিতার্থ করি...লন। তাহাদিগের তৎকালীন ব্যবহার ...মনি মনোহর যে তাহার প্রশংসা করি... শেষ করা যায় না। বোধ হয়, তাহাদি... শকট প্রয়োজন হইয়াছে, তাঁহারা তজ্জ... যথার্থী হইয়া বহির্গত হইল; কিন্তু ... দেখিল, কয়েকখানি শূন্য শকট ও কয়...খানি দ্রব্যপূর্ণ শকট যাইতেছে; ... পূর্ণ শকটের দিকেই সর্ব্বাগ্রে তাহাদি... দৃষ্টি নিপতিত হইবে; ... হারা নিতান্ত ব্যগ্রমনা হইবে; শূন্য শ... চলিয়া গেল গেল, তাহাতে তাহাদিগে... ক্ষতি নাই। পূর্ণ শকট রুদ্ধ হইলে তদ্বা...মিরা কাতর হইয়া তাহাদিগের শরণাপ... হয়, এবং তাহাদিগের প্রসাদন ও প্রী... সম্পাদনের যে উপায় আছে, তাহা করি... মুক্তি লাভ করে। দ্রব্যজনপূর্ণ শকট দু... পথে পতিত হইলে উক্ত অনুচরদিগে... আহ্লাদের পরিসীমা থাকে না। উ... দ্বারা তাহাদিগের রসরস প্রবৃত্তি ও অ...লোভ উভয়েরই চরিতার্থতা হয়।

কোয়ার্টর মাষ্টরের অনুচরদিগে... গুণ ত এই বর্ণিত হইল, তাহার প... প্রকৃত সৈনিক পুরুষেরা আছেন। তাহা... পিঞ্জরবদ্ধ শ্বাপদের ন্যায়। স্বল্পমা...কাল স্বাধীনতা লাভ হইলে তাহারা দী...কালের নিরুদ্ধ মনোরথ পূর্ণ করিয়া লয়... তৎকালে প্রজাগণের ধন, মান ও প্রা... রক্ষা সংশয় স্থল হইয়া উঠে। পাঠক... এরূপ বিবেচনা করিবেন না যে বাহা... সৈনিকদিগের অত্যাচার নিবারিত ... আফিসরদিগের সে চেষ্টা নাই, সে চেষ্টা ... বিলক্ষণ আছে। সৈন্য সংক্রান্ত আইন ... দণ্ড কালের রীতিও অত্যন্ত কঠিন। আফি... [illegible]

চরিত্র ব্যক্তিদিগের আবেদন তাঁহাদিগের শ্রুতিগোচর হইবার একটী মহান্ অন্তরায় আছে, তাহাতেই অত্যাচারকারিদিগের সকল সময়ে প্রতিফল হয় না। আফিসরেরা সকলের অধিগম্য নহেন। প্রথমতঃ গ্রাম্যলোকেরা শিবির প্রবেশে সাহসী হয় না; যদিও কেহ সাহস করিয়া যায়, প্রহরীরা তাহাদিগের গমনের অবরোধ করে।

সৈন্য সংক্রান্ত কর্ম্মচারিরা যে অধিকতর অত্যাচার করিবে, তাহা তাদৃশ বিস্ময়ের বিষয় নহে, রাজ্য রক্ষা করিতেছে বলিয়া তাহাদিগের একটী বিলক্ষণ অভিমান আছে; আফিসরেরাও সময় বিশেষে তাহাদিগকে অযথা প্রশ্রয় দিয়া থাকেন। ফলতঃ সৈন্য সংক্রান্ত অত্যাচারের বিষয় সর্ব্বদেশে ও সর্ব্ব জাতিতে চির প্রসিদ্ধ আছে। কি প্রাচীন, কি মধ্য, যাবতীয় ইতিহাসই এতদ্বিষয়ে সাক্ষ্য দান করিতেছে। যে দেশে বিশুদ্ধ ইতিহাস নাই, সে দেশের কাব্য গ্রন্থ পাঠ করিলেও ইহার সবিশেষ পরিচয় পাওয়া যায়। শিশুপাল বধের একস্থানে বর্ণিত হইয়াছে, কৃষ্ণ যখন যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে যান, তৎকালে অসংখ্য সৈন্য তাঁহার সমভিব্যাহারে ছিল, কিন্তু সেনাগণ কোন গ্রামের কোন অনিষ্ট সাধন করে নাই।

নিঃশেষমাক্রান্তমহীতলো জলৈ-
শ্চলন্ সমুদ্রোঽপি সমূর্মিরুচ্ছ্রিতঃ।
গ্রামেষু সৈন্যৈরকরোদবারিতৈ-
র্কিমব্যবস্থাং চলিতোঽপি কেশবঃ।।

সমুদ্র প্রলয় কালে যখন চলিত হয়, জল দ্বারা সমস্ত মহীতল সম্পূর্ণরূপে আক্রমণ করিয়া বেলারূপ মর্য্যাদা উল্লঙ্ঘন করে, কিন্তু কৃষ্ণ অসংখ্য সেনা দ্বারা ভূতল ব্যাপিয়া যাইতেছেন তথাপি গ্রামবাসিদিগের বিষয়ে মর্য্যাদার উল্লঙ্ঘন অর্থাৎ কোন দৌরাত্ম্য করেন নাই।

উপরি লিখিত শ্লোক দ্বারা কৃষ্ণের প্রশংসা করা হইতেছে। প্রশংসা এই, পূর্ব্বকালে এদেশের যে যে স্থান দিয়া সৈন্যগণ গমন করিত তত্রত্য লোকদিগের উপরে দৌরাত্ম্য করিত, কৃষ্ণের শাসন ও নৈপুণ্য বশতঃ সেনাগণ গ্রামীণ ব্যক্তিদিগের প্রতি দুর্ব্যবহার করিতে পারে নাই।

যাহা হউক, অধিকতর বিস্ময়ের বিষয় এই, যে স্থানে রাজসম্বন্ধ সেই স্থানেই গর্ব্বিত, উদ্ধত ও অত্যাচারকরিতা ভাব নয়নগোচর হয়। যিনি ম্যাজিষ্ট্রেট আদালতের পদাতিকের পদ পাইলেন, তাঁহার মনে মনে এই অভিমান জন্মিল, তিনি যেন স্বয়ং-শূর পদ পাইয়াছেন, তাঁহার সহিত তুল্য ভাবে কথা কহে সাধ্য কার? পীড়নকারিতা ও অর্থ সংগ্রহ চেষ্টা তাঁহার গর্ব্বের কোন অংশে ন্যূন নহে। ফলতঃ রাজসম্বন্ধ নিবন্ধন মনে মনে যে গর্ব্ব ও অত্যাচারকারিতা প্রবৃত্তি জন্মে, এটী কিছু নূতন কথা নহে। বড় বড় লোকেরও হইয়া থাকে। হিউম এলিজেবেথের অধিকার বর্ণনাবসরে এক স্থানে লিখিয়াছেন "খাদ্য দ্রব্য সংগ্রহ করা বহুকালের অধিকার; রাজকর্ম্মচারিগণ ঐ অধিকার বলে রাজসংসারের নিমিত্ত সন্নিহিত জনপদ হইতে আপনাদিগের ইচ্ছামত খাদ্য সংগ্রহ করিতেন এবং তাহা লইয়া যাইবার নিমিত্ত বলপূর্ব্বক প্রজার শকটাদি গ্রহণ করিতেন; ঐ সকল দ্রব্যের মূল্য নির্দ্দিষ্ট ছিল বটে, কিন্তু দ্রব্যস্বামীরা প্রায় মূল্য পাইত না, যে পাইত, সে শীঘ্র পাইত না। * * * প্রজাগণ রাজসংসারের এই অধিকারকে উৎপাত স্বরূপ জ্ঞান করিত, এবং খাদ্য সংগ্রহ রাজকর্ম্মচারিদিগের ঐচ্ছিক হওয়াতে তন্মূলক অনেক বিধ অত্যাচার হইত। ফলতঃ আমাদিগের স্পষ্ট বোধ হইতেছে, এলিজেবেথের কর্ম্মচারিরা তাঁহার অপরিসীম প্রভুশক্তির বলে অত্যাচার করিতেন। শেষে ক্রমশঃ হাউসের একনিবারণার্থ একটী আইন করা নিতান্ত আবশ্যক হইয়া উঠিল। *

তৃতীয় এডওয়ার্ডের [illegible] নিবারণার্থ দশটী বিধি বিধান হইয়াছিল।

সবিশেষ আশ্চর্য্যের বিষয় এই [illegible] তিন শতাব্দীর পূর্ব্বে যাদৃশ [illegible] র ইতিহাস মধ্যে লিখিত হইয়াছে [illegible] তৎসজাতীয় অত্যাচার বৃত্তান্ত [illegible] শ্রুতি পথ প্রবিষ্ট হইতেছে। কোন কালে কি ইহার নিবারণ হইবে না? রাজসম্বন্ধ কি ভয়ঙ্কর! যাঁহার যে পরিমাণে রাজসম্বন্ধে প্রাধান্য আছে, তাঁহাকে [illegible] মাণে অন্যায় ও অত্যাচারপরায়ণ [illegible] পাওয়া যায়। আজি শুনা গেল, ফিনর অমুক আদালতের [illegible] লেন, কালি শুনা গেল, অমুক অমুক [illegible] টি ম্যাজিষ্ট্রেটকে প্রহার করিয়াছেন।

উপসংহার স্থলে আমাদিগের [illegible] এই, রাজসম্বন্ধ যে পরিমাণে রাজ[illegible] রিদিগের গর্ব্বিতা, ঔদ্ধত্য ও অন্যায়[illegible] তার মূল, প্রধান পুরুষদিগকে সেই [illegible] যে প্রয়াসবান্ হইয়া তন্মূলন তে হইবে। সৈন্য সংক্রান্ত [illegible] কাহার উপর অত্যাচার [illegible] যে ব্যক্তির যাহা প্রাপ্য হয় [illegible] র গণ্ডায় হিসাব করিয়া যদি [illegible] ধ করিয়া দেন, [illegible] দিগের নাম অবশ্যে [illegible] কেন?

পাতিয়ালার রাজার মৃত্যু ও তৎপদে সভ্য নিয়োগ প্রস্তাব।

আমরা দুঃখিত হইয়া প্রকাশ করিতেছি পাতিয়ালার মহারাজ নরেন্দ্র সিংহ [illegible] পরিত্যাগ করিয়াছেন। তাঁহার কাল [illegible] সন্নিকটবর্ত্তী হইয়াছিল, তিনি ত[illegible] জানিতে পারিয়াছিলেন। এই [illegible] পূর্ব্বেই ভারতবর্ষীয় ব্যবস্থা[illegible] তে অবসর গ্রহণ করেন। কি[illegible] তিনি প্রাণত্যাগ করিলেন।

...করেন নাই। নরেন্দ্র সিংহ ১৮৪৫ ... সিংহাসনে আরোহণ করেন। এই ... বৎসর কাল তিনি স্বীয় রাজ্য সুন্দর ... শাসন করিয়াছিলেন। কুসংস্কার তাঁ... হৃদয়মধ্যে অন্য অন্য রাজার ন্যায় ... হৃদয়কে সম্পূর্ণ রূপে স্বপরতন্ত্র ... রাখিতে পারে নাই। অল্প দিন ... হইল, তিনি তত্রত্য বিধবাদিগের আংশিক ... ট নিবারণের উপযুক্ত যে আজ্ঞা প্রদান ... রিয়াছিলেন, তদ্দ্বারা তাঁহার চিত্তের উ... দারত্বের পরিচয় পাওয়া গিয়াছে ... ৮৫৭ অব্দের বিদ্রোহ কালে তিনি নিজ ... রাজ্যকে শান্তভাবে রাখিয়া গবর্ণমেণ্টের ... সাহায্য করিয়াছিলেন, তদ্দ্বারা তাঁহার ... রাজনীতিজ্ঞতা ও প্রভুভক্তির সবিশেষ প... রিচয় হইয়াছে। তিনি অতিশয় বলবান ও ... ছিলেন। সাধুতা ও সরলতায় তাঁহার ... প্রসিদ্ধ গুণ ছিল। তাঁহার একটি পুত্র ... , তাহার বয়স চতুর্দ্দশ বর্ষ।

মহারাজ নরেন্দ্র সিংহ ভারতবর্ষীয় ব্য... বস্থাপক সভার সভ্য পদে প্রতিষ্ঠিত ছি... লেন। তাঁহার মৃত্যু হওয়াতে তৎপদ শূন্য ... হইল। এক্ষণে কোন্ ব্যক্তি তৎস্থানে নি... যুক্ত হইবেন? এই প্রশ্নের সমাধান ... আবশ্যক হইয়াছে। কেহ কেহ রাজা মান... সিংহকে কেহ বা কপূর্থলার রাজাকে ... তেছেন। কিন্তু আমাদিগের মন ... মানসিংহের প্রতি পক্ষপাতী হই... । কপূর্থলার রাজা এক ইষ্ট ... সাহেবের কন্যার পাণিগ্রহণ করিয়াছেন। ... তাঁহার জাতি ভ্রষ্ট হইয়াছে বলিয়া ... বিশ্বাস হইয়াছে। এরূপ স্থলে ... নির্বাচিত সভ্য পদে প্রতিষ্ঠিত হইলে ... তাঁহাকে সপ্রণয় দৃষ্টিতে দ... দেখিবেন না।

... আমাদিগের আর একটি প্র... , ... প্রস্তাবের অপ্রা... সঙ্গিক নহে। এই অবসরে উচি... ত বাঙ্গালা দেশের এক জন প্রতিনিধি গ্রহণ করা অতিশয় আবশ্যক। এতদ্দ্বারা কেবল যে বাঙ্গলা দেশের চিত্ত রঞ্জন ও প্রীতি সম্পাদন করা হইবে এরূপ নহে, ইহা এই প্রদেশের আন্তরিক ভাব অবগত হইবার এবং অনেকবিধ শ্রেয়ঃ সাধনের দ্বার স্বরূপ হইবে। সভা স্থলে যখন যে প্রদেশের শুভাশুভ সম্বিধান প্রস্তাব উপস্থিত হয়, তৎপ্রদেশীয় প্রতিনিধিরা কি অশুভ পরিহার ও শুভ সম্বিধানের প্রাণ পণ চেষ্টা পান না? ... দৃশ অকপট চেষ্টা ব্যতিরেকে কি সম্যক রূপে ইষ্টলাভ সম্ভাবনা আছে? ইংলণ্ড প্রভৃতি স্থানে প্রতি জিলার প্রতিনিধি গ্রহণ রীতি প্রবর্ত্তিত হইয়াছে কেন? বাঙ্গলা দেশীয়েরা ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভাকে আত্মীয় ভাবে দর্শন না করিয়া উদাসীন ভাবে দর্শন করেন, ইহা কোন ক্রমে প্রার্থনীয় নহে। কিন্তু যদি প্রতিনিধি গৃহীত না হইল, ঐ সভার প্রতি এ প্রদেশের আত্মীয়াভিমান জন্মিবার সম্ভাবনা কি? এ স্থলে আর একটি চিন্তা করাও আবশ্যক। ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা এক্ষণে গবর্ণর জেনরলের নিজ সভা বলিয়া গণিত ও সম্মানিত হইয়া থাকে। এখন উহার উপরে গবর্ণর জেনেরলের সর্ব্বতোমুখী প্রভুতা আছে। উহার এই অবস্থাই কি চিরকাল সমান থাকিবে? ক্রমে যখন উহার উপরে ভারতবর্ষীয়দিগের প্রভুতা ও আত্মীয়াভিমান জন্মিয়া ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা এই নামটি অন্বর্থ হইবে, তখনও কি বাঙ্গলা দেশ বঞ্চিত থাকিবে? বাঙ্গলা দেশ কি ভারতবর্ষের অংশ নহে? এই সময়ে তাহার সূত্রপাত না হইলে তৎকালে কি অপর ভারতবর্ষীয়েরা বঙ্গ দেশকে উদাসীন দৃষ্টিতে দর্শন করিবেন না? প্রধান পুরুষেরা বঙ্গ দেশের প্রতি এত নিরনুগ্রহ হইয়াছেন কেন? এখানে যোগ্য প্রতিনিধি মিলে না বলিয়া কি তাঁহাদিগের সংস্কার জন্মিয়াছে? না, বঙ্গ দেশে গবর্ণমেণ্টের কোন লাভ নাই, ইহা কেবল উৎপাত স্বরূপ হইয়া আছে, এই বিবেচনা করিয়া তাঁহারা ইহার উপরে বিরক্ত হইয়াছেন? কিন্তু আমরা স্পষ্টাক্ষরে কহিতে পারি, ভারতবর্ষের অন্য অন্য স্থানে বঙ্গ দেশের ন্যায় যোগ্য প্রতিনিধি লাভ সহজ নহে। বঙ্গ দেশ গবর্ণমেণ্টের উপকারী কি না, তদ্বিষয়ে আমাদিগের অধিক বক্তব্য নাই, এইমাত্র বলিলেই পর্য্যাপ্ত হইতে পারে, যখন ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের খাতি ও আয় ব্যয় বৃত্তান্ত প্রকাশিত হয়, তৎস্থলে বঙ্গদেশের আয় সর্ব্বোপরি প্রধান রূপে দেদীপ্যমান হইয়া থাকে।

ডায়মণ্ড হারবর ও মাতলা ... রেলওয়ে।

গঙ্গায় চড়া পড়াতে এখন আর বৃহৎ বৃহৎ জাহাজ কলিকাতায় আসিতে পারে না। এক শত বৎসর পূর্ব্বে রণতরির অধ্যক্ষ ওয়াটসন ক্লাইবের সাহায্যার্থী হইয়া চন্দন নগর পর্য্যন্ত বড় বড় যুদ্ধ জাহাজ লইয়া গিয়াছিলেন। মির কাসিমের সময়ে মধ্যবিধ সওদাগরী জাহাজ মুরশিদাবাদ পর্য্যন্ত গিয়াছে। কিন্তু এখন এ কালেও সামান্য বাষ্পীয় জাহাজ চড়ায় আটকিয়া যায়। এই কারণে, যেরূপ ... লণ্ডনের যেরূপ কলিকাতার এরূপ একটি বাহির বন্দর আবশ্যক হইয়া উঠে। মাতলাকে সেই বন্দর করিবার ও তথা হইতে রেলওয়ে দ্বারা দ্রব্য সামগ্রী আনিবার প্রস্তাব হইয়া রেলওয়ের কার্য্য আরম্ভ হয়। ঐ কার্য্য প্রায় শেষ হইয়া আসিয়াছে। শুনা যাইতেছে, এই জানুয়ারি মাসে মাতলা পর্য্যন্ত গাড়ি চলিবে। এ দিকে জাহাজের অধিক আমদানী দেখিয়া গবর্ণমেণ্ট কলিকাতা হইতে ডায়মণ্ডহারবর পর্য্যন্ত একটি স্বতন্ত্র রেলওয়ে প্রস্তুত করিবার সঙ্কল্প করিয়াছেন। এ বিষয়ে

[illegible] ভাহা
[illegible] আয় করিয়া [illegible]
[illegible] মাত্র [illegible]
[illegible] প্রকারেই [illegible]
[illegible] হইবে [illegible]
[illegible] এই [illegible]
[illegible] অবশ্য [illegible]
[illegible] ক্ষতি [illegible]
[illegible] হইবে এবং [illegible]
তাহা [illegible] করিবে [illegible]
[illegible] এই [illegible] থাকিলেই
[illegible] তুমি
তাহার [illegible]
[illegible] অধিক [illegible] বিঘাতে [illegible]
থাকে, এমতস্থলে কেবল [illegible]
[illegible] পরিচয় প্রদান করিলে
[illegible] কার্য্যের [illegible] ক্ষতি [illegible]
হইতে পারিবেন। [illegible] এক বিঘা
[illegible] চাস দিতে [illegible]
[illegible] বাজার [illegible]
[illegible] দিতে [illegible]
[illegible] লাগে, [illegible]
[illegible] প্রত্যেক [illegible]
[illegible] কাটিতে [illegible]
[illegible] হইতে [illegible]
[illegible] বাড়িতে [illegible]
[illegible] মজুরের
[illegible] বৎসর [illegible]
অধিক
[illegible]

[illegible] এক [illegible]
[illegible] এক [illegible]
[illegible] থাকে [illegible]
[illegible] হইয়া থাকে [illegible]
[illegible] সময় হয়, [illegible]
[illegible] বৎসরের [illegible]
[illegible] এক
[illegible] করে, [illegible] অধিক
বিঘা [illegible] এক বিঘা [illegible]
[illegible] অধিক [illegible]
না [illegible] কাটাতে এক [illegible]
এক বিঘা [illegible] এক [illegible]
[illegible] অধিক ছিল না। [illegible] টাকা [illegible]
[illegible] টাকা [illegible]
[illegible] থাকে, [illegible]
[illegible] এক [illegible]
[illegible] হইতে [illegible]
[illegible] অধিক [illegible]
[illegible] এক [illegible]
[illegible] কোন [illegible]
[illegible] করিয়া [illegible]
[illegible] জমি [illegible]
[illegible] করিতে [illegible]
[illegible] উভয় প্রকার [illegible]
হয়

[illegible] সম্পাদক [illegible]
[illegible]

[illegible] করিয়া [illegible]

[illegible] কহিল না।

[illegible] থাকিতে [illegible]

[illegible] ছিলাম [illegible]

[illegible] প্রতি [illegible] বৃদ্ধি [illegible]

[illegible]

[illegible] প্রথম দিনের [illegible]

[illegible] সেই [illegible] ক্রমে [illegible]

[illegible] কেবল তাহারাই [illegible]

[illegible] তাহাদিগের চাষ আবাদ [illegible]

[illegible] হইয়া উঠিয়াছে [illegible] বিচারপতি [illegible]

[illegible]

[illegible] কেবল সেই [illegible]

[illegible] প্রজা [illegible]

[illegible]

[illegible] কৃষিয়া [illegible]

[illegible] প্রজার [illegible]

একান্ত নহে, [illegible]

[illegible]

বিক্রয় করিয়া [illegible]

করিলে কোন [illegible]

[illegible]

[illegible]

[illegible]

[illegible] সাহেবের [illegible]

তাহাদের প্রতি [illegible]

[illegible] করিয়া [illegible]

পারে না। [illegible]

[illegible] হইলে [illegible]

[illegible] স্বত্বে [illegible]

[illegible] মূল্য কোন বৎসর [illegible]

[illegible] হইয়া থাকে। [illegible]

[illegible] প্রতি মণ ২॥০ [illegible]

[illegible] এ বৎসর তাহা [illegible]

[illegible]

[illegible] কালেও এখানে [illegible] [illegible] [illegible] করা হইয়াছে তাহার কিছুই [illegible] নাই। [illegible] [illegible] [illegible] রূপ অত্যাচার, [illegible] গবর্ণমেণ্টের [illegible] বন্ধ করেন। কারণ যখন তাঁহারা [illegible] পূর্ব্ব ও [illegible] পশ্চিম পার্শ্বে দুই রূপ [illegible] একেবারে খুলিয়া রাখিয়াছেন, তখন ইচ্ছা করিয়াই [illegible] উৎপন্ন করিতে বলিয়াছেন। [illegible] [illegible] নষ্ট করিয়া অধিকাংশ দেশের [illegible] করিবার অভিলাষ করিয়া থাকেন, উক্ত তাহাতে [illegible] নাই। কিন্তু যখন গবর্ণমেণ্ট [illegible] ইচ্ছা করিয়া এইসকল দেশ [illegible] করিতেছেন, তখন এই হতভাগ্য দেশের [illegible] কোন উপায় করা তাঁহাদিগের [illegible] হইতেছে। বিশেষতঃ রাজস্বের বিষয় [illegible] অবশ্য কর্ত্তব্য তাহা[illegible] নাই। [illegible] সম্পাদক মহাশয় [illegible] বিবেচনা করিয়া বলুন [illegible] যখন [illegible] রূপ কার্য্য করিয়া [illegible] করিলেন তখন তাঁহাদিগকে কিরূপ [illegible] করা উচিত।

[illegible] প্রদেশ দিয়া [illegible] যে [illegible] অবলোকন করিয়াছিলাম, [illegible] [illegible] কালীপূজার পর দিবস নৌকা [illegible] হইতে [illegible] যাইতেছি[illegible] কালীপূজার সময় যেরূপ ভয়ানক [illegible] [illegible] অবগত আছেন, [illegible] দেখিয়াছেন তাঁহারাও [illegible] করিতে পারিবেন যে, উক্ত [illegible] কত [illegible] সম্ভব। আমরা কলিকাতা হইতে উলুবেড়িয়ার খাল দিয়া নদীর [illegible] উপস্থিত হইলাম দেখিলাম দামোদর অতি ভীষণ [illegible] করিয়াছে। অতি কষ্টে দামোদর পার হইলাম পরে খাল দিয়া যাইবার [illegible] [illegible] সকল সমুদ্র বিশেষ [illegible] মধ্যে [illegible] উপর কেবল এক [illegible] নয়নগোচর হইতে লাগিল, তাহার [illegible] দুই একটী করিয়া [illegible] আছে। [illegible] পার্শ্বে [illegible] সকল শ্রেণীবদ্ধ হইয়া [illegible], তাহারা অনাহারে কেবল [illegible] চাহিয়া আছে, মধ্যে মধ্যে দুই [illegible] [illegible] করিয়া পতিত হই[illegible] এইসকল দেখিতে দেখিতে আমরা [illegible] উপস্থিত হইলাম [illegible] [illegible] ধূ ধূ করিতেছে, [illegible] যেন সমুদ্রস্থিত [illegible] ন্যায় [illegible] হইতে লাগিল। সেই [illegible] আমরা একটী গৃহস্থের বাটীতে উঠিয়া [illegible] করিলাম, পরে নৌকায় চড়িয়া [illegible] শুনিতে শুনিতে যাইতে লাগিলাম; আমরা রজনীতে যেখানে গিয়া অবস্থিতি করিতে মানস করিয়াছিলাম; তথায় না যাইতে যাইতে রজনী উপস্থিত হইল। আমাদের গমন পথে একটী সুদীর্ঘ [illegible] পতিত হইয়াছিল; তাহার স্রোতের কথা কি কহিব, দূর হইতে দেখিলেও হৃদয় কম্পিত হইয়া উঠে। আমাদের নৌকা এই স্থান দিয়া যাইতে সমর্থ হইল না। পরে [illegible] [illegible] পূর্ব্বে আর একটী [illegible] শব্দ কর্ণগোচর হইল, মাঝিরা সেই দিকেই নৌকা চালাইতে লাগিল কিন্তু তাহারও সেইরূপ ভয়ঙ্কর রূপ দেখিয়া প্রতিনিবৃত্ত হইল। এক্ষণে আমাদের কোন দিকে যাইবার উপায় নাই; দুইপার্শ্বে দুই সুবিস্তীর্ণ [illegible] পতিত হইয়া প্রবল বেগে প্রবাহিত হইতেছে, সম্মুখে খানিক বাঁধ ব্যবধান আছে, প্রতিনিবৃত্ত হওয়াও সহজ নহে, সুতরাং সে রজনী সেই বাঁধের পার্শ্বে নৌকা লাগাইয়া অনাহারে অবস্থিতি করিতে হইল। একে ত আহারের কষ্টে নিদ্রা হওয়া অসম্ভব, তাহাতে আবার সমুদ্র বিশেষ জলের মধ্যে পড়িয়া জলের [illegible] শব্দ [illegible] ইহাতে নিদ্রা হইবার বিষয় কি? মধ্যে মধ্যে কিঞ্চিদ্দূরবর্ত্তী লোকদিগের গৃহ পতন শব্দের সহিত ভয়ানক কোলাহল ও আর্ত্তনাদ, এবং তাহার সহিত গো, মনুষ্য বিনাশেরও অপ্রতুল ছিল না, কুক্কুরেরাও যেন তাহাদের দুঃখে দুঃখিত হইয়া কাঁউ কাঁউ শব্দে রোদন করিতে লাগিল। এই সময়ে যে, মনে মনে কত প্রকার [illegible] উপস্থিত হইয়াছিল, তাহা বলিতে পারি না। অনবরত মুষল ধারে বিগলিত হইতে লাগিল, এই সময়ে আমাদিগের নৌকার সহিত নরকের বিলক্ষণ সাদৃশ্য [illegible] হইয়াছিল। এইরূপে রজনী অতিবাহিত করিয়া প্রাতে স্থানান্তর দিয়া বেলা চারিটার সময়ে ঘাটালে উপস্থিত হইলাম। দেখিলাম শিলাবতীও বিলক্ষণ বেগবতী হইয়াছেন। ইহার দুই পার্শ্ব যেন [illegible] করিতেছে, দেখিতে দেখিতে ঘাটালের দক্ষিণদিকের বাঁধ ভাঙ্গিয়া গেল; এই সময়ে যে একটী [illegible] কোলাহল উত্থিত হইয়াছিল তাহা শুনিলে পাষাণও [illegible] হয়। আমরা এখন যেস্থানে উপস্থিত হইয়াছি, এইস্থানে দুইটী [illegible] [illegible] দেখিলাম [illegible] [illegible] [illegible] আক্রমণ করিতে [illegible] [illegible] পলাইয়া আসিতেছে, তাহার [illegible] [illegible] রক্ষা করিতে হয়। [illegible] উপর দিয়া বাঁধের উপরিভাগে [illegible] [illegible] তাহার [illegible] [illegible] এই বলিয়া [illegible] করিতে লাগিল "[illegible] [illegible] [illegible] [illegible] সকলি ডুবে গেল। [illegible] [illegible] যে [illegible] [illegible] আর [illegible] নাই" এই বলিয়া, যখন রোদন করিতে লাগিল, তখন হৃদয় যেন বিদীর্ণ প্রায় হইল; [illegible] [illegible] কোন রূপেই সম্বরণ করিতে সমর্থ হইলাম না। তাই সেই সময় মনে হইয়াছে [illegible] যে কিছুই দেখিতে পাইতেছি না। [illegible] [illegible] যে [illegible] বারি দ্বারা প্লাবিত হইয়া [illegible] না। সম্পাদক মহাশয়! এইসকল হতভাগ্য [illegible] কি কিছুই উপায়ান্তর নাই?

বিবিধ সংবাদ।

৩রা অগ্রহায়ণ সোমবার।

আমরা ২৮এ কার্ত্তিকের ঢাকাপ্রকাশ দেখিয়া যার পর নাই ক্ষুব্ধ হইলাম। [illegible] পত্র [illegible] যাঁহাদিগের সম্পত্তি, তাঁহারা [illegible] [illegible] [illegible] অসমুচিত ব্যবহার করিয়াছেন। পূর্ব্বতন সম্পাদক তত্রত্য দেশহিতৈষী সভার যথাযথ বৃত্তান্ত [illegible] করিয়াছিলেন। [illegible] [illegible] নব্য সম্প্রদায়ের কয়েক ব্যক্তির [illegible] [illegible] ব্যবহারের বিষয় লিখিত হইয়াছিল। এই [illegible] অপরাধে অধ্যক্ষেরা তাঁহাকে [illegible] [illegible] ছেন। সম্পাদক কি [illegible] [illegible] [illegible] ছিলেন? ঢাকাপ্রকাশ আমাদিগের [illegible] আসিবার পূর্ব্বে [illegible] [illegible] [illegible] [illegible] ছিলাম, কেবল ঢাকানিউসে [illegible] [illegible] প্রকাশ হওয়াতে আমরা [illegible] [illegible] করি নাই। অধ্যক্ষেরা [illegible] অনুরোধে অথবা অন্য কিঞ্চিৎ অনুরোধে প্রথম আত্মপথ পরিত্যাগ করিয়াছেন, তখন ঢাকাপ্রকাশ হইতে যে উপকারের [illegible] সম্ভাবনা হইয়াছিল, তদ্বিষয়ে আমরা হতাশ হইলাম। অধ্যক্ষেরা [illegible] পক্ষপাতে [illegible] দেখি [illegible] ও [illegible]

[illegible]র ব্যবহার তাঁহাদিগের যোগ্য হইয়াছে কি না? ২৮এ ঢাকাপ্রকাশ পড়িয়া আমরা "যথার্থ কবীর আহাম্মক মেম্বার" এই প্রসিদ্ধ বাক্যটির আর একটী উদাহরণ পাইলাম।

কুমারখালি হইতে এক ব্যক্তি লিখিয়া পাঠাইয়াছেন, উহার সন্নিহিত স্থান সকলে জ্বরের আত্যন্তিক প্রাদুর্ভাব হইয়াছে। পল্লী [illegible] এরূপ আছে, বিনা চিকিৎসায় অনেকে প্রাণত্যাগ করিতেছে।

চীনদেশ হইতে সংবাদ আসিয়াছে ইংরাজ ও ফরাশী সেনারা সম্প্রতি বিদ্রোহীদিগকে পরাজিত করিয়া কলোয়া ও কাদিও না ডুকফুইং দুর্গ অধিকার করিয়াছে। বিদ্রোহীরা শেষোক্ত নগরাধিকার কালে সবিশেষ সাহস প্রকাশ করিয়াছিল।

ফিনিক্স শ্রবণ করিয়াছেন ঢাকা কালেজে দুই জন অধ্যাপক নিযুক্ত করিবার জন্য সাধারণ বিদ্যাশিক্ষার ডিরেক্টর গবর্ণমেণ্টকে অনুরোধ করিয়াছেন। ইহাঁরা প্রত্যেকে মাসিক ৫০০ টাকা বেতন পাইবেন, এবং ইহাঁদের মধ্যে এক জন আইনের অধ্যাপক হইবেন। তত্রত্য অধ্যক্ষেরও বেতন বৃদ্ধি করিবার প্রস্তাব হইয়াছে। ঢাকাকালেজে অধিক সংখ্য অধ্যাপক নিয়োজিত হন, ইহা প্রার্থনীয়। আমাদিগের ইচ্ছা হুগলি কৃষ্ণনগর ও বহরমপুর কালেজেও ভাল ভাল অধ্যাপক রাখিয়া বি, এ, উপাধির পুস্তক পাঠনা ও পরীক্ষা গ্রহণের নিয়ম প্রবর্ত্তিত করা হয়। তাহা [illegible] লে দিন দিন বি এ, র সংখ্যা বৃদ্ধি হইতে থাকে।

[illegible] পত্র আরও বলেন রুস নামক যে বিখ্যাত জালকারী জেল হইতে পলায়ন করে সে হাবড়ায় ধৃত হইয়াছে। বন অসামান্য লোক, উহাকে সামান্য কারাগৃহে রাখা উচিত হয় না। উহার যোগ্য একটী স্বতন্ত্র কারা গৃহ নির্ম্মাণ উচিত।

দিল্লীগেজেটের কাবুলস্থিত সংবাদ দাতা লেখেন মহম্মদ খাঁর পৌত্র সুলতানজানের সর্ব্ব কনিষ্ঠ পুত্র আবদুলা খাঁর [illegible] তার এক ভৃত্যের আবর্শন করিয়াছেন। [illegible] কাঁদিয়া হইলে আবদুলা খাঁ তাহার মৃতদেহ সমাহিত করিবার জন্য হেরাটের বাহিরে এক প্রান্তরে গমন করেন আমীরের আজ্ঞানুসারে কয়েক জন সর্দার তথায় উপস্থিত ছিলেন। সেই সমাহিত হইলে আমীর আর দুরা খাঁকে আপন শিবিরে আনিয়া তাঁহাকে কোলে করিয়া জিজ্ঞাসা করিলেন "তুমি আমাকে জান?" বালক বলিলেন "হাঁ। আপনি আমার বাপ বটে। কিন্তু আপনার সুবিচার নাই। পারস্যদেশীয় রাজা আমাদিগকে যে রাজ্য দিয়াছেন আপনি তাহা লইতে উদ্যত হইয়াছেন।" দোস্তমহম্মদ খাঁ লজ্জায় মুখ নত করিয়া রহিলেন।

উক্ত পত্রপ্রেরক আরও বলেন পারস্য সৈন্য হেরাটের নিকটে আগমন করিয়াছে, আমীর এক প্রকার যুদ্ধ ভয়ে সন্ধি করিয়াছেন। যে কারণে উক্ত সন্ধি হইয়াছে, আনন্দের বিষয়।

টাইমস অব ইণ্ডিয়ার এক জন পত্রপ্রেরক বলেন দক্ষিণ মহারাষ্ট্রের এক স্থানে স্বর্ণ বাহির হইয়াছে।

আউধার পেপার বলেন, কোচিতে যে ইউরোপীয় বালিকাকে এক জন ধীবরের নিকটে পাওয়া যায়, সে ওয়াটসন নামক এক জন পাদরির বাটীতে আছে এরূপ জনশ্রুতি কন্যাটির পিতা মাতা উভয়ে জীবিত আছে, সে জারজ বলিয়া তাঁহারা লজ্জায় তাহাকে ধীবরের হস্তে সমর্পণ করে। ব্যভিচারের এ ফল।

ইংলিসম্যানের প্যারিসস্থ সংবাদ দাতা বলেন, ফ্রান্স ও জর্ম্মনিতে জনরব উঠিয়াছে ইংলণ্ডেশ্বরী শীঘ্র সিংহাসন পরিত্যাগ করিবেন। প্রিন্স আলবর্টের মৃত্যুর পর অবধি তিনি একস্থানে সুস্থির হইয়া থাকেন না, তাহাই বোধ হয় এই জনরবের ও তাঁহার পুনর্ব্বার বিবাহ চেষ্টার অনুমানের কারণ।

গবর্ণমেণ্টের ভিন্ন ভিন্ন খনাগারে নিম্ন লিখিত টাকা জমা আছে—

ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের	৪৬৫৬৮০১৮
বঙ্গদেশীয় ঐ	২০০২৬৮৬১
উত্তর পশ্চিমাঞ্চলের	২৭০৮৩২৪২
পঞ্জাবের	১০১৬০২৯০
বোম্বাইয়ের	২১৮১৪৫২৯
মান্দ্রাজ দুর্গের	৩০৫৩১৭৮
[illegible]	১০১৬৫১৬
[illegible]	২৩০৮৮৬৬৪
মোট টাকা	১৬৩৫৯৫২৮০

[illegible] পোষ্টট বলেন, [illegible] সাহেব ব্যাঙ্কের কার্য্য আরম্ভ করিয়াছেন। এত দিনের পর হাসিতে সাহেব প্রকৃত সুখে [illegible] হইয়াছেন।

উক্ত পত্র আসামে কুলি-প্রেরণের কমিশনের রিপোর্ট প্রকাশিত করিয়াছেন। [illegible] মত কুলিদিগের তত্ত্বাবধান করা হয় না। ক্ষুদ্র নৌকায় ও জাহাজে করিয়া তাহাদিগকে গো মহিষাদির ন্যায় লইয়া যাওয়া হয়। [illegible] হাদিগের আহার সামগ্রীর প্রতি দৃষ্টি [illegible] হয় না। বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা এতৎ সংক্রান্ত যে বিল করিয়াছেন, তাহাতে যেন এ সকল বিষয়ের বিবেচনা করা হয়।

৪ঠা অগ্রহায়ণ মঙ্গলবার।

টাইম্‌স অব ইণ্ডিয়ার সিন্ধুদেশের সংবাদ দাতা বলেন, গুজরাটের বণিকেরা তত্রত্য সমুদায় তুলা ক্রয় করিয়াছেন। কৃষকেরা ইহাতে বিস্তর লাভ করিতেছে।

* ইংলিসম্যান সিমলা হইতে সংবাদ পাইয়াছেন, সর হিউ রোজ উত্তর ভারতবর্ষে সৈনিক উপনিবেশ করিতে উদ্যত হইয়াছেন লার্ড এলগিন এ বিষয়ে সম্মত হইয়াছেন [illegible] হবার জন্য এতদ্দেশীয় রাজাদিগের নিকট ভূমি ক্রয় করা হইবে। ভারতবর্ষ উপনিবেশের যোগ্য স্থান নহে।

ফিনিক্স বলেন, কাশীর রেইলওয়ে খুলিবার দুই সপ্তাহ পরে মির্জাপুর পর্য্যন্ত [illegible] লাইন খুলিবে। যমুনায় সেতু নির্ম্মিত না হইলে আলাহাবাদের সহিত রেইল [illegible] যোগ হইবে না। ... বৎসর তাহা হওয়া কঠিন। যমুনায় সেতু নির্ম্মাণ করিতে [illegible] অধিকতর ব্যয় হইবে। মির্জাপুরে রাস্তা [illegible] একটি খুলিলে বাণিজ্যের বিলক্ষণ [illegible] হইবে।

[illegible] প্রচার করিয়াছেন (তিনি [illegible] কতদূর সত্য বলিতে পারেন না) [illegible] বাবু প্যারীচাঁদ মিত্র সপরিবারে [illegible] অবলম্বন করিবেন। কিছুদিন পূর্ব্বে [illegible] প্রকার জনরব উঠিয়াছিল। ব্রাহ্মধর্ম্ম [illegible] মীর ধর্ম্মের স্রোত রুদ্ধ করিতে অসমর্থ [illegible] লেন?

[illegible] ডেভরের পুত্র আর্থার [illegible] কালেজে প্রবেশ করাতে ভগার আজ [illegible]

[illegible]যোগ উপস্থিত হইয়াছে [illegible] হিন্দু ও মুসলমান [illegible] বিচারের [illegible] হইয়াছে। [illegible] তাহার পিতা [illegible] বিবাদ, তথাপি তা[illegible] পুত্রের [illegible] হইয়াছে। [illegible] অধ্যক্ষ তাহাকে [illegible] করিয়া দিতে সম্মত হইয়াছেন। [illegible] এই প্রকার এক বেলায় [illegible] করিতে পারে নাই। [illegible] প্রভৃতির সহিত বিচারালয় প্রভৃতি [illegible] প্রবিষ্ট হইয়াও [illegible] বিচার [illegible] আছে।

এই অগ্রহায়ণ বুধবার।

অযোধ্যা [illegible] গত ২৭ [illegible] সেনাদলের দুই জন আফিসর এক [illegible] তাহার [illegible] হইয়াছে। এক ব্যক্তি [illegible] চলিতা[illegible] করিয়াছিল [illegible] এক বন্দুক [illegible] প্রহরির কার্য্য করে। এই [illegible] লোকেরা তাহাদিগকে [illegible] দিতে পারে নাই। যাহারা এদেশে ইউরো[illegible]পীয় উপনিবেশের পক্ষপাতী [illegible], তাঁহারা এই সকল দেখিয়া পরিণাম বিবেচনা করিয়া দেখুন, এদেশে ইউরোপীয় উপনিবেশ হইলে [illegible] দেশের কিরূপ দুর্দশা ঘটিবে। এই দুই [illegible] হাইকোর্টে আনীত হইয়াছে।

[illegible] ক্রনিকেল বলেন, [illegible] লেপ্টেনেন্ট [illegible] সাম্রিক বিচারালয়ে [illegible] হইবে। [illegible] একজন [illegible] পক্ষ সমর্থন করিবেন। তাহার [illegible] ভৃত্য তাহার আজ্ঞানুসারে [illegible] প্রাণ বধ বিষয়ে সাহায্য করে, তাহাদিগকে সাক্ষিস্থলে আনিয়া ক্ষমা করা হইবে। আমরা দেখিব সাম্রিক বিচারালয় [illegible] [illegible] কি না।

[illegible] পারসী [illegible] এক [illegible] বিচারালয়ে [illegible] কোন [illegible] হয় নাই [illegible] এক [illegible] দেওয়া হয়। [illegible] তাহাকে [illegible] তাহাতে [illegible]

[illegible] তাহাকে বিচারালয় হইতে যাইতে [illegible] [illegible] করিলেন, আমি কখনই না, যদি [illegible] আমাকে [illegible] বাদে [illegible] বিচারালয়ে আসীন করিব। শেষে [illegible] কিন্তু তাঁহাকে [illegible] পারসী উকীলদিগের [illegible] বলিলেন। আপনার হাত আপনার কাছে। আমরা [illegible] যদি আমাদিগের [illegible] বুঝিয়া চলি, কখন কেহ অপমান করিতে পারে না।

[illegible] সংবাদদাতা বলেন, [illegible] একজন [illegible] কয়েকটি [illegible] করিয়া [illegible] করিবার চেষ্টা পান [illegible] পূর্ব্বতন [illegible] রাজাদিগের [illegible] প্রভৃতি [illegible] করে। সর্ব্ব [illegible] ২০লক্ষ টাকার [illegible] আসীন হইয়াছিল। তত্রত্য প্রধান [illegible] এবিষয়ের বিচার করিয়া [illegible] অগ্রাহ্য করিয়াছেন। নীলকর পক্ষপাতী বিচারকদিগের নিকটে কিন্তু অনেক সময়ে [illegible] পড়িয়া যায়।

১ই অগ্রহায়ণ বৃহস্পতিবার।

[illegible] পর্য্যন্ত এক টেলিগ্রাফ করিয়াছেন। এদিকে [illegible] পর্য্যন্ত আর এক টেলিগ্রাফ হইয়াছে। আমাদিগের [illegible] টেলিগ্রাফ [illegible] ভাব অবলম্বন করিয়াছেন।

[illegible] ও [illegible] রাজারা প্রত্যেকে [illegible] সাহায্যার্থ ৫০০০ টাকা দিয়াছেন। গবর্ণর জেনরল পুনর্ব্বার ২০০০ টাকা দিয়াছেন। এই সকল লইয়া কলিকাতার বণিক সভার [illegible] ১৮,২০৬৷ টাকা প্রেরণ করিতে সমর্থ হইয়াছেন। উত্তর পশ্চিমাঞ্চলের দুর্ভিক্ষের [illegible] [illegible] তথায় [illegible] টাকা [illegible] প্রেরিত হইবে।

[illegible] ৩,০০০, [illegible]

[illegible] বিচার করিবেন। [illegible]

[illegible]

[illegible] আছে।

[illegible]

[illegible]

[illegible] হইয়াছে।

[illegible]

... ঘি নৈক নিশ্চিতরূপে শুনিয়াছেন, সর জুৰুমস টি বিনিয়ার্ন সেন সাহেবের পদে নিযুক্ত হইবে। আসিতেছেন। যদি সত্য হয়, ভারতবর্ষের যথার্থ সৌভাগ্য বলিতে হইবে।

... রুকরা শ্রবণ করিয়াছেন রেবেনিউ বোর্ড উঠাইয়া দেওয়া উচিত কি না ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট বিবেচনা করিতেছেন। এবিষয়ে লেপ্টেনেণ্ট গবর্ণরের মত জিজ্ঞাসা করা হইয়াছে। সেক্রেটারি দ্বারা বোর্ডের কাজ চলিতে পারে, ভারতবর্ষীয়দিগের শোণিত (কর) দ্বারা অলস পুষিয়া বৃথা অর্থ নষ্ট করা কেন?

ইমস অব ইণ্ডিয়া শ্রবণ করিয়াছেন, ...রের পদচ্যুত রাজার পিতৃব্য (যিনি ...পূর্ব্বক সিংহাসন লইয়াছিলেন) গুলি আর হত্যা করিয়াছেন। অপ্রাপ্ত... ক রাজা শীঘ্র নিজ রাজ্য পাইবেন।

...রার লেখক বলেন, কয়াটিতে দুই ... ইউরোপীয় তথায় অনেককে ঠকা... ! নিকৃষ্টলোক আর কি করে? তা-হাদিগের হস্ত হইতে রক্ষা করি... ভারতে এখনি সেনাপতি প্রস্তাব... ন, যে কোম্পানি অথবা যে বণিক ...ক ইংলণ্ড হইতে আনয়ন করিবেন, ...কে পদচ্যুত করিবেন ... উচিত যে সেই সেই ব্যক্তিকে ... দিয়া ইংলণ্ডে পাঠাইয়া দেন। ...য। যাহাতে এই প্রস্তাবটী দু-... তদনুরূপ কার্য্যের অনুষ্ঠান হয়, অবশ্য কর্ত্তব্য। অকর্ম্মণ্য ইউরোপী... ভারতবর্ষের বহু অনর্থের মূল হই...

১ই অগ্রহায়ণ, শুক্রবার।

...ন বলেন নিম্ন লিখিত ব্যক্তিরা উ... ...দেশের লেপ্টেনেণ্ট গবর্ণর পদ প্রার্থী ... হারিংটন, মুইর, উইঙফিল্ড, ...ও ও সর হারবার্ট এডওয়ার্ডস। ...রিংটন সাহেবকে যোগ্য বিবেচনা ... আমরাও তাহার অনুমোদন ক-...

... আরও বলেন, ভুটানে যুদ্ধ ...রিবার জন্য ... ভারতবর্ষীয়

...উদ্যোগ করিয়াছেন।

হিন্দুস্বামী বলেন, মহারাজা ... সিংহ ...পুরে একটি বিদ্যালয় ... বিদ্যার্থীদিগকে ... টাকা প্রদান ... ছেন।

...উজিয়াকে সংবাদ প ইয়াছেন, এক দস্যু ...র নিকটে লেপ্টেনেণ্ট পদারকে আক্রমণ করিয়া এক ছোরা মার আঘাত করিয়াছে। দস্যু ধৃত হইয়াছে।

১৮ই অগ্রহায়ণ শনিবার।

ইংলিসম্যান বলেন উদয়নাথ সিংহ নামক আর এক বিদ্রোহী ধৃত হইয়াছে। সে মথুরাও ...রের একজন অনুচর।

ফিনিক্স বলেন, বুধবার সন্ধ্যাকালে এত দ্দেশীয় একজন বস্ত্র বিক্রয়কারী গড়ের ভিত রে বস্ত্র বিক্রয় করিতে যায়। একজন সৈনিক তাহাকে এক ঘুসি মারাতে সে অচৈতন্য হইয়া পাথরের মেজেতে পড়িয়া প্রাণ ত্যাগ করিয়াছে। হত্যাকারী রুদ্ধ আছে। আমরা শুনিলাম, বস্ত্র বিক্রয়কারী গৃহ মধ্যে প্রবিষ্ট হইয়া দেখিল, গোরায় মাতাল হইয়াছে। অতএব সে আর অগ্রসর না হইয়া পলায়নোন্মুখ হইল। গোরায়া ডাকিতে লাগিল। সে সে কথা না শুনাতে একজন গোরা দৌড়িয়া আসিয়া তাহাকে এক ঘুসি মারিল। সে তৎক্ষণাৎ ভূতলে পতিত হইল। তাহার পর গোরা দুই তিন লাথি মারিল; তাহাতেই তাহার প্রাণ বিয়োগ হইল। যখন এক ঘুসিতে ... উঠিয়াছে তখন আমাদিগের বিলক্ষণ বোধ হইতেছে, বিচা... ...ই হইবে যে উহার যকৃৎ স্ফীত হইয়া মৃত্যু হইয়াছে।

উক্ত পত্র আরও বলেন সেন সাহেব ...র প্রতিনিধি হইতে পারেন নাই। তিনি যেরূপ বৈরাগ্যাচারী ও ... দলের অনুরোধ রক্ষার্থী হইয়াছেন, তাহাতে তিনি পার্লিয়ামেন্টে প্রবেশ করিলে ভারতবর্ষের আশিষ্ট ... সম্ভাবনা আছে ইংলিস-ম্যানের কেবল আশঙ্কা করা সার হইল।

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

২৭এ কার্ত্তিক বুধবার।

আজ ... ও ... সাহেব শপথ পূর্ব্বক সভ্যের আসন গ্রহণ করি...

হারিংটন সাহেব ... বিল ... ভায় অর্পণ করিবার অনুমতি প্রার্থিলেন ... দেওয়ানী মোকদ্দমা করিবার আইন সংশোধন বিষয়ক বিল। মিলিটারি ... ...লিস সংশোধন বিষয়ক বিল।

৩ই অগ্রহায়ণ বুধবার।

সিঙ্কিয়া উপনিবেশে উপনিবেশিক রিপি... পক্ষে প্রবেশ করিবার বিলে সিলেক্ট কমিটি ... রিপোর্ট করিয়াছেন, হারিংটন সাহেব তা... সভায় অর্পণ করিলেন। তিনি তৎপরে নি... লিখিত বিল গুলিও অর্পণ করিলেন:—

১৮৬১ অব্দের ১১ আইন সংশোধন বি... ষয়ক বিল।

ব্রহ্মদেশের দেওয়ানী আদালতের ক... নির্দ্দিষ্ট করিবার বিল।

নিয়ম বহির্ভূত প্রদেশ হইতে প্রিবিকৌ... ন্সিলে আপীল করিবার বিল।

বঙ্গদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের প্র... দারে নিজ দেশীয় চিকিৎসকদিগের ... সংক্রান্ত বিল বিধিবদ্ধ হইল।

পাঁচ মিনিট বসিয়া সভা ভঙ্গ হইল।

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা।

২০এ কার্ত্তিক শনিবার।

ইডেন ও আলেন সাহেব অদ্য যথাবি... শপথ পূর্ব্বক সভ্য পদ গ্রহণ করিলেন।

কলিকাতা ও তন্নিকটবর্ত্তি স্থানে ন... প্রকার কারখানা আছে তাহার দূষিত ... নিষ্ট ঘটিতেছে ... তন্নিবারণ ... যুক্ত বিল অর্পণ করিলেন।

ঔষধ প্রভৃতি লইয়া যাইবার জন্য প... প্রভৃতির ভাড়া স্থির করিবার ও অন্যায় ... দায় ধরিলে তাহার দণ্ড হইবার নিমিত্ত ... লেন সাহেব এক বিল অর্পণ করিবার ... মতি চাহিলেন। ইডেন সাহেব আসাম ও ... ঘাটের দুর্নীতি ... এক বিল সভায় অর্প... করিবার অনুমতি চাহিলেন।

আলেন সাহেব বাঙ্গালার ... আ... করিবার বিষয়ক এক বিল সভায় অর্পণ কর... লেন।

... কমিটিতে ... করিলেন।

বঙ্গদেশীয় [illegible] লেপ্টেনেণ্ট গবর্ণরের ই প্রকার মত হইয়াছে। গ্রাণ্ট সাহেব ও অভিপ্রায় প্রকাশ করিয়া গিয়াছেন সোনাপুর হইতে যশোহর রেলওয়ের ক শাখা বাহির করিয়া কুষ্টি, অথবা য়মণ্ডহারবর পর্য্যন্ত ঐ রাস্তা লইয়া যা- া হয়। সোনাপুর হইয়া ডায়মণ্ডহারবর যান্ত রেলওয়ে করিলে ১৮ ক্রোশ প- র অধিক দূর হয় না, আর কুষ্টি পর্য্য- করিলে ২২ ক্রোশ হয়। ষ্টীভন সাহেব াণ্ট সাহেবের প্রস্তাবে অনুমোদন না রিয়া কলিকাতা হইতে এককালে ডায়- ণ্ডহারবর পর্য্যন্ত একটি স্বতন্ত্র রাস্তা করি ব প্রস্তাব করিয়াছেন। কলিকাতা হই- ত ডায়মণ্ডহারবর ১৪ ক্রোশ মাত্র। সো- পুর হইয়া যাইতে গেলে ১৮ ক্রোশ । ষ্টীভন সাহেবের প্রস্তাব গৃহীত হই- চারি ক্রোশ পথ কমিয়া যায়। একণে ই উভয়বিধ প্রস্তাবের গুণ দোষ বিবে- ত হইতেছে।

আমাদিগের মতে সোনাপুর হইয়া কু- প পর্য্যন্ত রেলওয়ে করিবার প্রস্তাবটিই অধিক যুক্তিসঙ্গত বোধ হইতেছে। এ দিকে মন পথ কিছু অধিক হয়, তেমন এ দিকে ভ অধিক হইবে। এই দিকেই অধি- লোকের বসতি। লোক সকল নিতান্ত রিদ্রও নহে। আরোহী ও অন্য অন্য ণিজ্য দ্রব্য, উভয়েরই প্রাচুর্য্য হইবার লক্ষণ সম্ভাবনা আছে। পক্ষান্তরে, কলি তা হইতে সরল রেখায় এককালে ডায়- ণ্ডহারবরে রাস্তা করিলে নিঃসংশয় এ লাভ ইবে হইবে। [illegible] রেলওয়েকে গমনা মন করিবার যোগ্য লোক অধিক নাই। পর, কুষ্টিতে বন্দর হইলে তথায় বড় জাহাজ আসিতে পারিবে, ডায়মণ্ডহা- বরে সেরূপ হইবে না। সেখানে জল া।

আমরা [illegible] গবর্ণমেণ্ট র্ব্ব বাঙ্গলার রেলওয়ের কয়েকটি শাখা করিবেন। মুরশিদাবাদ পর্য্যন্ত শাখা করি বার প্রস্তাব গ্রাহ্য হইয়াছে এবং তদর্থ ইঞ্জিনিয়র প্রভৃতি নিয়োজিত হইয়াছেন। যশোহর হইয়া ফরিদপুর পর্য্যন্ত শাখা প্র- স্তুত করিবার যে প্রস্তাব হয়, তাহার কি হইল? কুষ্টিয়ার সম্মুখে চড়া পড়িয়াছে ঢাকা ও আসামের বাণিজ্য ফরিদপুর ও যশোহর দিয়াই করিতে হইবে। এ দিকে শাখা না করিলে রেলওয়ে কোম্পা নির লাভ হইবে না। কলিকাতার বার আনা তমাক ও গুড় বারাসত হইতে আ- ইসে। যশোহর হইতে ধান্য, তমাক, গুড় সর্ষপ প্রভৃতি নানাবিধ দ্রব্যের আমদানী হয়। যদি ঢাকার বাণিজ্য পূর্ব্বের ন্যায় জলপথে হইতে থাকে এবং লোকেলে গরুর গাড়িতে করিয়া বারাসাত ও যশো হরের দ্রব্যের আমদানী হয়, তাহা হইলে পূর্ব্ব বাঙ্গলার রেলওয়ে কোম্পানি কি কেবল রাজসাহী, নদীয়া ও পাবনার দ্র- ব্যে লাভ করিতে পারিবেন?

পরিদর্শকের সম্পাদক পরিবর্ত্ত ও কলেবর বৃদ্ধি।

এই অগ্রহায়ণ মাসের প্রথম দিনাবধি পরিদর্শকের সম্পাদক পরিবর্ত্ত ও কলে- বর বৃদ্ধি হইয়াছে। এ দুটীই আমাদিগের আনন্দের হেতু হইয়াছে। পরিদর্শক দৈ- নিক পত্র। পাঠকগণ দৈনিক পত্র দ্বারা বহু বিষয় অবগত হইবার বাসনা করেন। কিন্তু এত দিন উহার যেরূপ ক্ষুদ্র অবয়ব ছিল, তাহাতে তাঁহাদিগের মনোরথ পূর্ণ হইবার সম্ভাবনা ছিল না। এখন উহার আকার বৃদ্ধি হইয়াছে। এখন অনেক অ- নেক বিষয় উহাতে সমাবেশিত হইবে। দ্বিতীয় আহ্লাদের বিষয় এই, শ্রীযুক্ত বাবু কালীপ্রসন্ন সিংহ সম্পাদকতার ভার গ্রহণ করিয়াছেন। [illegible] উন্নতি [illegible] তাঁহার সবিশেষ অনুরাগ ও [illegible] তিনি [illegible] হয়েন। পরিদর্শকের আ- রের দুর্দ্দশা দর্শন করিলে তিনি শোকসাক হইবেন, সে সম্ভাবনা বৃহদাকার পত্রের নিত্য কার্য্য সম্পা- দন তাঁহার সাধ্য এবং জগদীশ্বরের কৃপা- য় তাঁহার তৎসম্পাদন সামর্থ্যও আছে। [illegible] প্রথমাবধি কয়েক খানি পরিদর্শক নিবেশপূর্ব্বক পাঠ করিলাম। যে যে [illegible] কাব লিখিত হইয়াছে, তাহার [illegible] নায় গুলি অতিশয় হৃদয় গ্রাহী। [illegible] সমাদির বিষয়ে আমরা কিছু [illegible] তুপ্ত আছি। এবিষয়ে সাপ্তাহিক [illegible] ন্যায় পরিদর্শক যে পরো[illegible] ইহা আমাদিগের অভিপ্রেত নহে। [illegible] মফস্বলে ও হাইকোর্ট প্রভৃতি [illegible] সম্বাদ সংগ্রহার্থ লোক নিয়োজিত [illegible] এই আমাদিগের বিশেষ অনুরোধ। প্রথ [illegible] দিবসের পরিদর্শকের প্রথম প্রস্তাব কিয়দংশ উদ্ধৃত করিয়া দিলাম, সম্পা[illegible] সেইটী স্মরণ করিয়া কার্য্য করেন, আমাদিগের বাসনা। তাহা হইলে যে যে আমরা পরিতোষ লাভ করিব [illegible] নয়, বঙ্গদেশের মুখও উজ্জ্বল হইবে।

"অস্মদ্দেশীয় অধিকাংশ লোক [illegible] পত্রের তাদৃশ সমাদর করেন না, [illegible] তার কলোপধায়কতার বিষয় [illegible] ন। যাহারা ইংরাজী ভাষায় [illegible] করিয়াছেন, তাঁহাদিগকে কতিপয় [illegible] পাঠে আগ্রহাতিশয় প্রকাশ করিতে [illegible] যায় বটে, কিন্তু ইংরাজী [illegible] দিগের সম্পূর্ণ [illegible] পত্র না পাইলেও [illegible] পাঠ করিতে [illegible] এই যে, বাঙ্গলা সংবাদ [illegible] অসার ও [illegible] ইংরা [illegible] হইতে [illegible] সংবাদ [illegible] থাকেন, [illegible] সংবাদ [illegible] একখানি [illegible] অনুবাদ মাত্র [illegible] কোন সম্পাদ [illegible] কেবল পাঠকগণ [illegible] আছেন। ইংরাজ

ণী নহে এরূপ বাঙ্গালা সংবাদ পত্রকে বিশেষতঃ ইংরাজি পত্রের যত দূর সংগ্রহ ও যতদূর সুবিধা হয়, বাঙ্গালা তত দূর সংবাদ সংগ্রহ ও সুবিধা হই পায় নাই, ইংরাজি ভাষাভিজ্ঞ অধি ব্যক্তিই উক্ত কারণে বাঙ্গালা সংবাদ [illegible] প্রতি আস্থা প্রদর্শন করেন না। [illegible] তাঁহারা তাঁহাদের সম্পূর্ণ ভ্রম কারণ বা [illegible]দিগের রীতি, নীতি, আচার, ব্যবহার প্রায়ই ইংরাজ জাতি হইতে সম্পূর্ণ বিভি[illegible] ইংরাজেরা কোন বস্তু বা ব্যাপারকে নিতা[illegible] রণীয় অথবা আদরণীয় বিবেচনা করেন, [illegible] আমরা দেশ ও অবস্থা ভেদে তাহার সম্পূর্ণ বিপরীত বিবেচনা করিয়া থাকি। বিশেষতঃ অমুক জাহাজ অমুক স্থানে আসিয়াছে [illegible] দিন অমুক জাহাজ কলিকাতা পরিত্যা[illegible] করিয়া ইংলণ্ডে গমন করিবে ইংরাজী পত্রে এই সমস্ত পাঠ করিয়া ইংরাজের [illegible]র হয় বটে কিন্তু তাহাতে বাঙ্গালির [illegible]কার হইতে পারে? ফলতঃ বাঙ্গালা [illegible] বাঙ্গালির উপযোগী যত উত্তম উত্তম বি[illegible] প্রকাশিত হয়, ইংরাজি পত্রে তত দূর [illegible]শা করা যাইতে পারে না। ইংরাজেরা [illegible]লিদিগের ন্যায় বাঙ্গালির রীতি নীতি প্রকৃতি অবগত নহেন সুতরাং দেশহিতৈ[illegible] বাঙ্গালি সম্পাদক বাঙ্গালিদিগের মন যত [illegible]আবর্জিত করিয়া সৎপথে স্থাপন করি[illegible] পারেন ইংরাজেরা তত শীঘ্র পারিয়া [illegible] না। বিশেষতঃ যে ভাষা সাধারণের [illegible]ম্য হইতে পারে, সেই ভাষাতেই সং[illegible]পত্র প্রচার করা উচিত, কারণ কোন এ[illegible]তকর প্রস্তাব উপস্থিত করিলে সাধার[illegible] তাহা অবিলম্বে হৃদয়ঙ্গম করিয়া দোষ গুণ [illegible] করিতে পারেন। অধুনা বঙ্গদেশে যে [illegible]খানি বাঙ্গালা পত্র প্রচার হইতেছে [illegible] অসম্ভব [illegible] সুতরাং [illegible] পত্রের উপযোগী সমুদায় [illegible] হওয়া দুর্ঘট হইয়া পড়ে। [illegible] আমরা এই পরিদর্শকের কলে- [illegible] বাঙ্গালিদিগের উপ[illegible] অন্যান্য ক্ষুদ্র বাঙ্গালা [illegible] না। তাহাও ইহা- [illegible] একরূপ কারণে

বাঙ্গালা পত্রে সাধারণের অনাস্থা জন্মিয়াছে, যাহাতে সেই সকল কারণ সম্পূর্ণ রূপে অপনীত হয়, তদ্বিষয়ে সবিশেষ যত্নবান হইব। আমরা প্রতিজ্ঞা করিতেছি যে, জ্ঞান পূর্ব্বক সত্য পথ হইতে বিচলিত হইব না, যাহাতে কোন বিষয়ের অতিরঞ্জন না হয়, তদ্বিষয়ে সবিশেষ যত্নবান হইব যদিও পৃথিবীর কোন মনুষ্যই পক্ষপাতরূপ হাত এড়াইতে পারেন না তথাপি আমরা অঙ্গীকার করিতেছি যে, জ্ঞান পূর্ব্বক কখন পক্ষপাত দোষে লিপ্ত হইব না। যাহাতে দেশের কুসংস্কার রাশি নিরাকৃত হয় তদ্বিষয়ে নিয়ত নিযুক্ত থাকিব, দেশের শ্রীবৃদ্ধি সাধন, অজ্ঞানান্ধ জনগণকে জ্ঞাননেত্র প্রদান করা, পরাপকারি ও প্রজাপীড়ক দুরাত্মাদিগের দৌরাত্ম্য নিবারণ এই সমস্ত কার্য্যই আমাদিগের প্রধান উদ্দেশ্য। আমরা পাঠকদিগের নিকট নিতান্ত অপরিচিত নহি, আমরা শিশুকাল হইতে বাঙ্গালি-সাহিত্যের যার পর নাই সেবা করিতেছি পরন্তু তাহাতে কত দূর কৃতকার্য্য হইয়াছি তাহা বলিতে পারি না। তবে এক্ষণে এই মাত্র প্রত্যাশা করা যাইতে পারে যে যদি দেশহিতৈষী মহাশয়গণ আমাদিগকে সাহায্য ও উৎসাহ প্রদান করেন, তাহা হইলে আমাদিগের অভীষ্ট সিদ্ধ হইতে অধিক কাল বিলম্ব হইবে না। *

প্রাপ্ত।

হুগলি জেলার অন্তর্গত দামোদর নদের পশ্চিমদিগ্বর্ত্তী এবং শিলাবতী নদীর পূর্ব্বদিকবর্ত্তী লোকদিগের দুর্দ্দশা।

দামোদর নদ যে কিরূপ ভয়ঙ্কর তাহা অনেকেই বিদিত আছেন। রেলওয়ের রক্ষার জন্য ইহার পূর্ব্বপার্শ্বে দৃঢ়রূপ বাঁধ হইয়াছে, পশ্চিম পার্শ্ব একেবারেই বাঁধ শূন্য। মধ্যে মধ্যে যদিও কোন কোন স্থানে বাঁধ ছিল, পাছে রেলওয়ের বাঁধের ব্যাঘাত হয় এজন্য গবর্ণমেণ্টের লোকেরা তাহা একেবারেই নির্ম্মূল করিয়াছে। শীলাবতীও বড় সামান্য নদী নহে, ইহাতে প্রাচীর পার্শ্বে গবর্ণমেণ্ট বিলক্ষণরূপে বাঁধ করিয়াছেন, কিন্তু পূর্ব্বপার্শ্বে কিছুই নাই। সুতরাং এই উভয়ের মধ্যবর্ত্তী [illegible] ভয়ান- [illegible]

র লেখনী লিখিতে কোনরূপেই সমর্থ হয় না।

এই মধ্যবর্ত্তী স্থানটী বর্ষাকালে প্রায় জলপূর্ণ হইয়া থাকে। ইহাতে প্রায় কোন রূপ শস্য হইবার সম্ভাবনা নাই। অতি সামান্য বন্যা হইলেও ইহা প্লাবিত হইয়া যায়। বর্ষা চারিমাস প্রায় কেহ কাহারও বাটীতে জলযান ভিন্ন গতায়াত করিতে পারে না। এখানকার অধিকাংশ লোক বৎসামান্য শস্যাভাবে প্রাণত্যাগ করে, অবশিষ্ট যাহা থাকে তাহাও কোন কোন সময়ের প্রবল নদীজলে গ্রাস করিয়া লয়। মনুষ্যদিগের [illegible] রূপ অবস্থা হইয়া থাকে। এখানে পশু [illegible] রাব আর কি পরিচয় প্রদান করিব, প্রায় কোন গৃহ তৃণদ্বারা আচ্ছাদিত নহে। প্রতিবৎসর বর্ষাতে প্রায় সকলকেই আপন আপন বাস্তুভিটা দুই এক হস্ত উচ্চ করিয়া নূতন গৃহ নির্ম্মাণ করিতে হয়। তাহাও কেবল বেনা ও তালপত্র দ্বারা আচ্ছাদিত। যদিও কোন কোন সময়ে প্রজারা কায়ক্লেশে ধান্য ব্যতিরিক্ত অন্যান্য কোন রূপ শস্যোৎপাদন করে, তাহাও দুর্দ্দান্ত জমীদারেরা সমুদায় আত্মসাৎ করিয়া লয়। [illegible] যাহা উৎপাদন করে, তাহারা তাহার [illegible] কিঞ্চিৎও প্রাপ্ত হয় না। জমীদারেরা প্রজাদিগের শিরে শত, পাঁচ শত, হাজার প্রভৃতি বাকি করিয়া রাখিয়াছেন, সুতরাং তাহাদিগের সেই সমুদয় পরিশ্রম বাকি টাকার সুদেরও উপযুক্ত হয় না। এখানে তমাদির আইন স্থান পায় না। এই সকল কারণে প্রজারা একেবারে হতাশ হইয়া পড়িয়াছে। তথাপি জমীদারেরা তাহাদিগকে ছাড়েন না। বাবুরা একপ্রকারে নীলকরদিগের সহোদর হইয়া পড়িয়াছেন।

এই প্রদেশের অতি অল্পস্থানে কাহারও সাহায্য ব্যতিরেকে বোরো ধান্য হইয়া থাকে জমীদারেরা মনোযোগ করিলে আরো অনেক স্থানে উক্ত ধান্য হইতে পারে। বাবুরা যদি কিঞ্চিৎ পরিশ্রম স্বীকার এবং অর্থ ব্যয় করিয়া নদীর জলের দ্বারা প্রজাদিগকে বোরো ধান্য চাষ করান, তাহা হইলে তাঁহাদিগেরও লাভ হইতে পারে এবং [illegible] দেরও [illegible] দুর্দ্দশা [illegible]। জমীদারেরা [illegible] তাহা করিতে পারিলেন না। [illegible] তাঁহাদিগের [illegible] [illegible]

১৩নং [illegible] ।

[illegible]সন্যদিগকে [illegible] করিবার কালে [illegible] রক্ষিবার বিল, [illegible] সাহেবের প্র[illegible]নুসারে প্রথমবার পঠিত হইল ।

[illegible]ইডেন সাহেবের প্রস্তাবানুসারে [illegible] ও ডবিকাইয় [illegible] প্রকার [illegible] [illegible] দ্রব্যের দ্বারা যে অনিষ্ট হইতেছে, ত[illegible] বিষয়ক বিল প্রথমবার পঠিত হইল ।

[illegible]আলেন সাহেবের প্রস্তাবানুসারে [illegible] শুল্ক লইবার বিল প্রথমবার পঠিত [illegible]ল ।

[illegible]আডবোকেট জেনরলের প্রস্তাবানুসারে [illegible]লে রেজিষ্টর ও ডেপুটী রেজিষ্টর নিয়ো[illegible] বিল বিধিবদ্ধ হইল ।

অদ্য বাবু [illegible]গোপাল ঘোষ যথাবিধি [illegible]পূর্ব্বক সভ্যপদ গ্রহণ করিয়াছেন ।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন ।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের আজ্ঞানুসারী নিয়োগ ।

[illegible]ই নবেম্বর—প্রথম শ্রেণির সহকারী রেবে[illegible] সরবেয়ার টি. এম. [illegible] সাহেব [illegible] [illegible] পরিত্যক্ত ও [illegible] আর [illegible] [illegible]ন ।

[illegible]৮ই নবেম্বর—[illegible] শিক্ষা [illegible] [illegible] একজন [illegible] ম্যাজিষ্ট্রেট হইবেন । [illegible] আইনের [illegible] দ্বিতীয় [illegible]র অধীন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন । [illegible] [illegible] ম্যাজিষ্ট্রেট ও কালেক্টরের সহকারী [illegible] [illegible] আইনের ২৫ [illegible] দ্বিতীয় [illegible] অধীন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন ।

জে, সি [illegible] সাহেব [illegible] মুর্শিদা[illegible]

জি, আর [illegible] [illegible]

জি, ও, [illegible] [illegible]

এর, এস, [illegible] [illegible]

আর, পাই, [illegible]

১১ই নবেম্বর । [illegible]

[illegible] বিষয়ক [illegible] দ্বিতীয় [illegible] কমিশনর হইবেন ।

[illegible] বাঙ্গালার [illegible] [illegible]

[illegible]

জে, ডি, [illegible] ম্যাজিষ্ট্রেট [illegible]

[illegible]

[illegible] এচ, বেভারিজ সাহেব মুর্শিদাবাদ ম্যাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন । কিন্তু যতদিন অন্য কোন আজ্ঞা না হয় বাকরগঞ্জের প্রতিনিধি [illegible] ও [illegible] কার্য থাকিবেন ।

এস সি, বেলি সাহেব বঙ্গদেশীয় গবর্ণমেণ্টের প্রতিনিধি [illegible] সেক্রেটারি হইবেন ।

এস, জে [illegible] সাহেব [illegible] ম্যাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর হইবেন ।

দ্বিতীয় শ্রেণির সহকারী রেবেনিউ সর বেয়র এ ডি. [illegible] সাহেব [illegible] পরিত্যক্ত [illegible] কার্য্যে নিযুক্ত হইবেন ।

বাবু [illegible] বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার [illegible] ও [illegible] হইবেন ।

[illegible] এক, [illegible] বহরমপুরের [illegible] কমিটির এক জন মেম্বর হইবেন ।

[illegible] আবদুল [illegible] ফিরোজপুরের [illegible] [illegible] ১৮৫১ অব্দের ১৬ আইনের ১ ধারানুসারে [illegible] [illegible] পাইবেন ।

পত্রপ্রেরকের প্রতি ।

"কদাচিৎ [illegible]" পত্রে মৌলিকত্ব নাই ।

ঢাকার পত্রপ্রেরক [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] গৌরব [illegible] [illegible] ?

[illegible] চিকিৎসা [illegible] বিবাদ লিখিয়া যে [illegible] পাঠাইয়াছেন, তাহা তাঁহার বিষয় সঙ্গতি [illegible] বুঝিতে পারিলাম না ।

[illegible] পত্র খানি [illegible] পত্র প্রচারে আর [illegible] ইচ্ছা নাই ।

প্রেরিত ।

সোমপ্রকাশ সম্পাদক

মহাশয় সমীপেষু ।

মহাশয় ! আমাদিগের [illegible] [illegible] [illegible]

কল লাভ করিতে পারি নিয়ে তাঁহি [illegible] প্রকাশিত হইতেছে । [illegible] [illegible] একটা প্রকাশ্য [illegible] [illegible] সমস্তে অতিশয় [illegible] এবং [illegible] আপাল [illegible] কষ্ট পাইয়া থাকেন, সংপ্রতি [illegible] তিন জন [illegible] ম্যাজিষ্ট্রেট সাহেবের সহিত সাক্ষাৎ করেন, তাঁহার স্থানে আগমন করিতে অনুরোধ করেন, [illegible] সাহেব এক দিবস [illegible] উপস্থিত হইয়া ঐ [illegible] কহিলেন যে তোমারা [illegible] সংগ্রহ করিতে না পারিলে আমি [illegible] সংস্কার করিতে পারি, তাহাতে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] না করিলে আমরা [illegible] [illegible] [illegible] সাহেব এই উত্তর শুনিয়া [illegible] হইয়া যে দিবস [illegible] [illegible] পারেন, [illegible] [illegible] সাহেবকে [illegible] সাহেব ১২ টি [illegible] টি [illegible] সংস্কার [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] পারেন । দ্বিতীয় [illegible] লোকের [illegible] চিকিৎসায় [illegible] ঔষধ [illegible] [illegible]

[illegible] সাহেবের নিকট [illegible] [illegible] [illegible]

[illegible] করিয়া থাকেন। তাঁহারা [illegible] যে গ্রামে মারীভয় উপস্থিত হইয়াছে [illegible] লোকের [illegible] করাইয়া (১) [illegible] করাইতে পারিলে বহু সংখ্যক [illegible] প্রাণ রক্ষা করিতে পারেন।

ঢাকা ১৯ নবেম্বর ১৮৭২। কস্যচিৎ।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয় সমীপেষু।

[illegible] নিমক অত্যাচারসংবাদ কি আপনাদের কর্ণ গোচর হয় না?

গবর্ণমেণ্ট লবণের [illegible] এক [illegible] সাধারণের যেরূপ [illegible] না স্বীকার করেন এমন ব্যক্তি [illegible] এবং [illegible] মহৎ [illegible] করেন, [illegible] এক ক্ষতি। দ্বিতীয়, [illegible] কর্মচারী [illegible] তাহাদিগের [illegible] করা হয় না। [illegible] তাহার [illegible] প্রকার [illegible] অবর্ণনীয়। আমাদিগে[illegible] ব্যবসা করিতে চাই, [illegible] কোন [illegible] কিন্তু [illegible] [illegible] বিক্রয় করিবার। [illegible] দিন। কর্মচারীরা আপন [illegible] [illegible] সর্বদা [illegible] করে এবং [illegible] স্বার্থ সাধন ও [illegible] কোন কোন স্থলে এমন [illegible] যে একজন [illegible] বাটীতে [illegible] হইয়া [illegible] পরদিন [illegible] তাহাকে "বিচারা[illegible] সম্মুখে উপনীত হইতে হইল [illegible] তাহার [illegible] অবগত নহে।

[illegible] বিচার তাহার [illegible] এবং তাহার [illegible] ইহা সাধারণ [illegible]

(১) [illegible] না করায় কেবল গবর্ণমেণ্ট [illegible] দীর্ঘ কাল [illegible] [illegible]

বিচার কার্য্য হয়! গবর্ণমেণ্টের [illegible] চৌকীতে এক একজন দারোগা থাকিত এক্ষণে ৩ চৌকীর উপরে একজন দারোগা নির্দ্ধারিত হইয়াছে। উক্ত চৌকীতে [illegible] একজন করিয়া পেস্কার থাকে। পেস্কারেরা সকলেই যে সচ্চরিত্র বা অসচ্চরিত্র হইবে, এমন কোন কথাই নাই। অনেকে সচ্চরিত্র থাকিতে পারে অনেকে [illegible] কিন্তু এক একজন এমনি চতুর যে, তাহাদের ধূর্ত্ততার বিষয়ে বিশেষ প্রশংসা না করিয়া থাকা যায় না। সম্প্রতি আমাদের বারুইপুরে [illegible] তকী সাহেব যে একজন মুসলমান পেস্কার আসিয়াছে এব্যক্তি ঐ শ্রেণীর পরীক্ষোত্তীর্ণ লোক। ইহার চালাকী শুনিলেই মহাশয় এবং সোমপ্রকাশের পাঠকগণ অনায়াসেই বুঝিতে পারিবেন যে এই তকী সাহেব কেমন প্রশংসনীয় সুকৌশল অবলম্বন করিয়াছিলেন। কোন কোন পেস্কারের এরূপ অভ্যাস আছে যে, লবণ ব্যবসায়িদিগকে উপযুক্ত সময়ে ছাড় লিখিয়া দেয় না। কিন্তু ছাড় প্রতি দুই এক পয়সা চাহিয়া লইয়া থাকে, লউক, তাহাতে দাতা প্রতীতা উভয়েরই উপকার আছে। কিন্তু ছাড় না দেওয়াটি বড় অনিষ্টকর। বারুইপুরের মহম্মদ তকী, [illegible] একজন লবণ বিক্রেতাকে কোন কারণ প্রযুক্ত ছাড় না দিয়া লবণ বিক্রয় করিতে বলিল। [illegible] যেমন [illegible] করিয়া থাকে সেই প্রকার বিক্রয় করিতে [illegible]। তকী সাহেব [illegible] [illegible] বিক্রেতা লবণ [illegible] করিল। [illegible] বহু কষ্ট (অনাহার পর্য্যন্ত) [illegible] চালান করিয়া দিল, লোকে [illegible] এক দিন [illegible] বারুইপুরের [illegible] বিক্রয়ার্থ আসিলে, [illegible] বিক্রয় করিয়া [illegible] বিক্রয় করিত [illegible] ১০/১০ টাকা [illegible] [illegible] করিয়াছে। [illegible] লবণ [illegible] [illegible] করিল সেই [illegible] বিক্রয় [illegible]

[illegible]

[illegible]

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত [illegible] সাহেব [illegible]
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত
বাবু মধুসূদন সাহা [illegible]
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত
বাবু [illegible] মিত্র [illegible]
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত [illegible]
শ্রীযুক্ত বাবু [illegible] বন্দ্যোপাধ্যায় [illegible]
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত [illegible]
শ্রীযুক্ত বাবু নিমাই চরণ বন্দ্যোপাধ্যায় [illegible]
১২৬৯ ভাদ্র হইতে ৭০ আশ্বিন পর্য্যন্ত [illegible]
শ্রীযুক্ত বাবু মধুসূদন ঘোষ [illegible]
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত [illegible]
শ্রীযুক্ত বাবু [illegible] স্বামী
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত [illegible]
শ্রীযুক্ত বাবু [illegible] মুখোপাধ্যায় [illegible]
১২৬৯ কার্ত্তিক অবধি ৭০ আশ্বিন পর্য্যন্ত
শ্রীযুক্ত বাবু [illegible] বিশ্বাস [illegible]
১২৬৯ অগ্রহায়ণ অবধি ৭০ বৈশাখ পর্য্যন্ত [illegible]
শ্রীযুক্ত বাবু [illegible] [illegible]
১২৬৮ অগ্রহায়ণ অবধি ৭০ বৈশাখ পর্য্যন্ত [illegible]
শ্রীযুক্ত বাবু [illegible]
১২৬৯ অগ্রহায়ণ অবধি ৭০ বৈশাখ পর্য্যন্ত [illegible]
শ্রীযুক্ত বাবু [illegible]
[illegible]
শ্রীযুক্ত বাবু [illegible]
১২৬৯ কার্ত্তিক অবধি চৈত্র পর্য্যন্ত [illegible]
শ্রীযুক্ত বাবু [illegible]
[illegible]
শ্রীযুক্ত বাবু [illegible]
[illegible]
[illegible]
[illegible]

... থাকে যে মিথ্যা করিয়া এই ... দিয়াছে। শুনিতেছি, হুত ... কালে ডিপুটি ... বিলক্ষণ উপদ্রব করিয়াছিলেন, নিরপরাধ ... কাক ... যমদূতের ন্যায় পুলিসসৈন্য আক্রোশ করিয়া হস্তগত হইয়া উদ্ধবাদে ... হইয়াছিল, তাহাদের আটক করিয়া ... অমন মধ্যেও ... কি কষ্ট দিয়াছে। এক ... গৃহমধ্যে অনেক গুলি স্ত্রীলোক ছিল সেই গৃহ প্রবেশ কালে ... সহোদর ... আমাদের পরিবার, মুহূর্ত্তকালের ... অন্তরে ... একটু অবকাশে ... তাহারা ... যাইতে পারে, ... বাধা দেওয়া করুন। এইরূপ ... তাহাকে ঘোরতর বেত্রাঘাত করিয়া ... ন। অদ্যাবধি ... মান মর্য্যাদা রক্ষা হওয়া দুষ্কর।

নড়াইলের ছোট আদালতের জজ বাবু অভয় ... কুমার ... বহুমূত্ররোগাক্রান্ত হইয়া মানবলীলা সংবরণ করিয়াছেন, বাবু অতি উপযুক্ত ব্যক্তি ছিলেন। যশোহরের ডাকাইতি কমিসনরের সেরেস্তাদার বাবু ... চরণ চক্রবর্ত্তী উৎকোচ গ্রহণ অপরাধে অভিযুক্ত হইয়া সেসন জজ সাহেবের বিচারে সমর্পিত হইয়াছেন। যশোহর জেলার অন্তর্গত ঝিকরগাছী থানার পুলিস দারোগার উৎকোচ গ্রহণ অপরাধ সপ্রমাণ হওয়ায় ডি· মেজেষ্টর সাহেব তাহাকে পদচ্যুত করিয়া ২০০ টাকা অর্থদণ্ড ... কারাবাসের আদেশ দিয়াছেন। লোকে বলে যে ইনি পুরাতন পাপী বড় ... ধর্ম্ম জ্ঞান শূন্য অশিক্ষিত লোক উক্ত পদ প্রাপ্ত হইবে তত দিন এইরূপ ঘটনা হইবে সন্দেহ নাই।

কৃষ্ণগঞ্জ হইতে চাঁদপুর পর্য্যন্ত একটি প্রশস্ত পথ প্রস্তুত হইয়াছে। শকটাদি ও লোক জন গমনাগমনের বিলক্ষণ সুবিধা হইল। পূর্ব্বে ... আদালতের আমলা ও হাকিম গণের ... মাইন্ ও ... সবিশেষ ... ছিলাম, এক্ষণ ... লিখিলাম না, ... প্রতি ...

... আমরা কিন্তু ইহার নিশ্চিত ... অবগত ...

... আবশ্যক হয় তবে লিখিব নতুবা লিখিব না। ... তাহারা সাবধান হইবেন ইতি ১৩ নবেম্বর

বিবিধ সংবাদ।

১ম অগ্রহায়ণ সোমবার।

সে ... কয়েক ব্যক্তি ... রাসতের ডেপুটি মাজিষ্ট্রেটের সেরেস্তাদার ... অত্যাচার ঘটিত এক প্রেরিত পত্র মুদ্রিত করিয়াছেন আমরা বিশ্বস্ত লোক মুখে ... ডেপুটি মাজিষ্ট্রেট নিজেও ... নাম না ... এক মাসের স্থানে ... হয় না, কেহ ... আবেদন করিলে বিচার কাল ... দূরীকৃত হন, ... রাস্তা, ঘাট প্রভৃতি সকলই ... তত্ত্বাবধানে না হইল। ... সংকল্প করিয়াছেন। ... প্রভৃতি বারাসতে ... ডেপুটি মাজিষ্ট্রেট এই ... হইল, ... দেখিবেন ও ... আছে।

সম্প্রতি ... " এবারলঙস" ... নামে যে এক মেলা হয় তাহাতে ... মজুরদিগের জন্য ১২০০ টাকা মাত্র উঠিয়াছে। ... ক্রিয়া ... প্রসিদ্ধ আছে।

গবর্ণমেণ্ট ও সাধারণে সেনাদিগের বিবাহের জন্য যথার্থই ব্যস্ত হইয়াছেন। ... একটি বালিকা বিদ্যালয় স্থাপিত হইয়াছে। ... সৈনিকদিগকে বিবাহ করিবে। ... অসৎ স্ত্রীলোকদিগের চরিত্র শোধনার্থ একটি সভা হইয়াছে। ... অথচ ... রত স্ত্রীলোকদিগকে ... নানা উপনিবেশে প্রেরণ করা এই সভার উদ্দেশ্য। তাঁহারা ... ভারতবর্ষস্থিত রাজকীয় ইউরোপীয় সেনাদিগের প্রতি ... না করেন। ... সেনাদিগের ... নিবারণের এক ... উপায়।

গবর্ণর জেনরল ... আছে।

... অত্যন্ত ...

এক এক লক্ষ টাকা পুরস্কার ... এই বার বোধ হয় ... এক ... কোম্পানির ... দিনী ... সুন্দর ... হইবার প্রত্যাশ ... অনেক ... হইবে। ... লোক ... অসংখ্য অর্থ ...

উক্ত ... কাবুলি ... চরিত্রের ... অবলম্বন করিয়াছেন। অনুরোধে ... সন্ধি করা ... মহম্মদ ... পুত্র ... করিয়া রাখিবার ... তিনি ... আমীরকে ... করিলেন। উক্ত ... অকারণ ... হইয়াছে। ...

... ইমিটি ... একটী বৃহৎ ... অবধি এক ... হইবে।

ঢাকাপ্রকাশের ... সমর্থন করিয়া এক ... প্রকাশিকার মুদ্রিত করিয়াছে ... ভাল হয় নাই। ... সংবাদকে ... ইথাবিহি ... করিয়াছেন ... হইয়াছে। সম্প্রতি ... ইফিশিনিয়ার এক ... হইয়াছে। ইহাতে ... করা হইয়াছে। ... অধিকারের উপর ...

আমরা আহ্লাদিত হইলাম ... রেইলওয়ে কোম্পানি ... অনুরোধ ... সেতু সংস্কার করি...

[illegible] দ্বিতীয় [illegible] এক [illegible] তিনি [illegible] তাঁহা [illegible] পূর্ব্বকালে [illegible] কুমারীদিগের [illegible] হইয়া [illegible] তাঁহাকে ত্যাগ [illegible] রাজকুমারের সহিত ছিলেন।

[illegible] নূতন ইউরোপীয় সৈন্য [illegible] পর্য্যন্ত [illegible] কি দশা হইল [illegible] হইতে বিস্তর খাটি [illegible] আনা হইতেছে।

[illegible] টেলর সাহেব [illegible] বাবু [illegible] মোহন চট্টো [illegible] বিদায় লইয়া [illegible] টেলর সাহেব [illegible] পুনর্ব্বার তথায় [illegible] হইবেন।

[illegible] হইতে সংবাদ [illegible] প্রায় এক লক্ষ [illegible]

[illegible]

[illegible] দক্ষিণ [illegible] ভাগের সহায়তা করিয়া আসিতে ছেন, অথচ উত্তর বিভাগ [illegible] নিবারণে যত্ন [illegible]। যে দাসত্ব প্রথা ইংরাজেরা উঠাইয়া দি [illegible]। তিনি [illegible] বর্ত্তমান ইংরাজ জাতি [illegible] দাসত্বকে [illegible] করেন না। [illegible] সমুদায় নীলকরেরা কৃষকদিগকে দাসত্ব শৃঙ্খলে বদ্ধ করিবার চেষ্টা পাইয়া [illegible] হইতে [illegible]।

রাজপুতনাস্থিত [illegible] রাজা [illegible] শায়ারের [illegible] সহায়তার জন্য [illegible] ০০০ টাকা প্রদান করিয়াছেন। [illegible] ধনীমাত্রেই এবিষয়ে বিস্তর টাকা দিতেছেন।

[illegible] বলেন, নূতন [illegible] ইহার যথেষ্ট অকর্ম্মণ্য হইয়াছে। [illegible] সাহেবের পরমিট গুদামে রাখা হইবে। নূতন গুদাম অনেক ব্যয়ে নির্ম্মিত [illegible] চট্টক, [illegible] প্রথাকে ধন্যবাদ, দুই মাস না যাইতে যাইতে [illegible]।

উক্ত পত্র [illegible] হইতে সংবাদ পাইয়াছেন, [illegible] ভূতপূর্ব্ব [illegible] সাহেবের মৃত্যু হইয়াছে [illegible] বংশের গৌরব ইহাতেই শেষ হই [illegible] কত কষ্ট দেওয়া যে অন্যায় [illegible] নীতি বিরুদ্ধ হইয়াছে তাহা [illegible] অবশ্যই স্বীকার করিবেন।

ঢাকা নিউসের আসামের সংবাদ দাতা বলেন, জয়ন্তিয়ার বিদ্রোহীরা প্রায় ৫০০ লোক লইয়া [illegible] নামক গ্রামে এক দুর্গ নির্ম্মাণ করিতেছে। ৫০ জন সিপাহী তথায় প্রেরিত হইয়াছে।

প্রভাকর [illegible] বিচারপ্রণালী সংক্রান্ত একটী উৎকৃষ্ট প্রস্তাব লিখিয়া শেষ করিয়াছেন যত দিন নূতন সিবিলিয়ানেরা [illegible] পরিপক্ক না হইবেন ততদিন তাঁ [illegible] সহকারী মাজিষ্ট্রেটের উপরের [illegible] দেওয়া উচিত নহে। আমরা এই [illegible] সম্পূর্ণ অনুমোদন করিলাম।

ঢাকা প্রকাশের এক জন পত্র প্রেরক বলেন, কালী [illegible] গ্রামে হিন্দু ধর্ম্ম রক্ষা ও ব্রাহ্ম ধর্ম্ম [illegible] এক সভা স্থাপিত হইয়াছে। ২৩ [illegible] অন্তঃপাতী [illegible]

[illegible] লাগিয়া কলিকাতার [illegible] নাই। [illegible] কেন?

১১ই অগ্রহায়ণ বুধবার।

শ্রীযুক্ত [illegible] চরণ সেন ও [illegible] মিত্র প্রভৃতি [illegible] ব্যক্তি গত [illegible] বেলা চারি ঘটিকার সময় শ্রীযুক্ত বাবু রাজকৃষ্ণ ঘোষের বাটীতে এক সভা করিয়া শ্রীমতী রাণী স্বর্ণময়ীর দেওয়ান শ্রীযুক্ত বাবু রাজীবলোচন রায়কে এক অভিনন্দন পত্র প্রদান করিয়াছেন। তাঁহাতে রাজী [illegible] বাবুর [illegible] পরিচালন প্র [illegible] ও দয়াপ্রকৃতি সদ্গুণের বিষয় সবিস্তর লিখিত হইয়াছে। [illegible] আমরা [illegible] পত্র খানি এস্থলে উদ্ধৃত করিতে পারিলাম না। [illegible] রাজীব বাবুকে [illegible] তিনি অভিনন্দন পত্র দানের অযোগ্য পাত্র [illegible]। তিনি বুদ্ধিমান, বিবেক [illegible] ও বহুদর্শী এবং সৎকার্য্যে তাঁহার [illegible] উৎসাহ দেওয়া আছে।

বোম্বাই গাটেজ [illegible] বলেন, [illegible] তুলার কমিসনরেরা সম্প্রতি [illegible] করিয়া দেখিয়াছেন, তুলায় প্রায় [illegible] ভেজাল থাকে। তুলা ভেজাল করিয়া [illegible] একজন ব্যবসায়ীর দুই মাস মিয়াদ ও তাঁহার সমুদয় তুলা দণ্ড করা হইয়াছে। তুলার কৃত্রিমতা নিবারণ অবশ্যকর্ত্তব্য সন্দেহ নাই। সেই উদ্দেশে ব্যবসায়ীর মেয়াদ [illegible] হইয়াছে কিন্তু [illegible] যুক্তির অনুসারে [illegible] তুলা দণ্ড করিলেন [illegible]

উক্ত পত্র একটী কৌতুকাবহ [illegible] করিয়াছেন। গোলক দাস [illegible] নামে একজন বণিক [illegible] কোম্পানির জাহাজে করাচিতে [illegible] পাঠাইতেন। [illegible] মধ্যে নিয়মাধিক টাকা দিয়া কোম্পানিকে [illegible] তাহারা তাহার নামে নালীশ করিতে [illegible]। কিন্তু শেষে গোলক দাস [illegible] ০০০ টাকা দিয়া [illegible] হইয়াছে [illegible] কৌতুকাবহ।

[illegible]

যাহা হউক, আমরা বেস স্বীকার করিলাম, ইনকম টাক্স ঘটিত মিনিট প্রচার করিয়া তাঁহার কীর্ত্তি কলঙ্কিত হইয়াছে। কিন্তু তিনি যে সেই কলঙ্ক ক্ষালনে সমর্থ হইবেন, তাহার প্রমাণ কি? তাঁহার অসাধারণ স্বাধীনবৃত্তি। কার্য্যকালে তাঁহার স্বাধীনতা বৃত্তিই বলবতী হয়। তন্নিবন্ধন উর্দ্ধ্বতন পক্ষের সহিত পুনরায় অসৌহার্দ্দের অসম্ভাবনা নাই।

ফলতঃ, উপরি বর্ণিত কারণের একটিও আমাদিগের হৃদয়ঙ্গম হইতেছে না। আমাদিগের এই বোধ হইতেছে, তিনি অসামান্য প্রতিভাগুণ সম্পন্ন লোক; তাঁহার অসাধারণী উদ্ভাবনী শক্তি ও ভারতবর্ষের কল্যাণ সাধনের আন্তরিক ইচ্ছা ও চেষ্টা আছে। তাঁহার সেই শক্তি ইচ্ছা ও চেষ্টা সফল ও পূর্ণ করিবার প্রকৃত স্থান ভারতবর্ষ। তদ্দ্বারা প্রেরিত হইয়া তিনি এ দেশে আগমন করিতেছেন।

সর চারলস ট্রিবিলিয়ানের নিয়োগে ভারতবর্ষীয়দিগের সৌভাগ্যের বিষয় সন্দেহ নাই। কেবল ভারতবর্ষীয়দিগের কেন, সকল শ্রেণীই আহ্লাদিত হইবেন। বুদ্ধি, বিদ্যা, কার্য্যদক্ষতা, ভারতবর্ষের অবস্থাজ্ঞতা ও রাজনীতিজ্ঞতা বিষয়ে সর চারলস ট্রিবিলিয়ান ভারতবর্ষস্থিত কোন কর্ম্মচারির নিকৃষ্ট নহেন। তিনি মান্দ্রাজে পনর মাসের অধিক ছিলেন না, তাহার মধ্যে তাহার অনেকবিধ উৎকর্ষ সাধিত হয়। ইনাম ভূমির বন্দোবস্ত, গোদাবরীর পয়ঃ বৃদ্ধি, বিচার প্রণালীর উৎকর্ষ, বিদ্যা শিক্ষা, নগর পরিষ্কৃত রাখা প্রভৃতি কয়েকটি বিষয়ে তিনি বিশেষরূপে যশোলাভ করিয়াছেন। একদেশীয় জমীদার ও সম্ভ্রান্ত লোকদিগকে পদস্থ রাখা তাঁহার একান্ত [illegible] তিনিই প্রথমতঃ লার্ড কানিঙের [illegible] সংক্রান্ত প্রস্তাব করেন। [illegible] ইনকম টাক্স প্রবর্ত্তিত হইলে [illegible] ক্ষ কর [illegible]

সিদ্ধ পুরুষের ন্যায় তিনি যে বাক্যের উপন্যাস করিয়া যান, তাহা পূর্ণ হইয়াছে। এই দুষিত কর নিবন্ধন বিদ্রোহ ঘটনা হয় নাই, সত্য বটে কিন্তু সকল শ্রেণী ইহাতে বিরক্ত হইয়াছেন; আসেসরেরা যে রূপ অত্যাচার করেন, বিদ্রোহ শান্তির অব্যবহিত উত্তর কাল বলিয়াই পুনরায় বিদ্রোহাগ্নি প্রজ্বলিত হয় নাই।

সর চারলস ট্রিবিলিয়ান এ দেশে ইউরোপীয় উপনিবেশের এক জন প্রধান সপক্ষ, কিন্তু এ দেশীয়েরা [illegible] রোপীয়দিগের দাস হইয়া থাকেন, অথবা উৎসন্ন হইয়া যান, ইহা তাঁহার অভিপ্রেত নহে। সে অভিপ্রেত হই[illegible] তিনি কখনই বিলে পুনঃ প্রদর্শন [illegible] । ইউরোপীয় মূল ধন বিনিয়োগ দ্বারা ভারতবর্ষের উন্নতি সাধন সম্ভাবনা আছে বলিয়াই তিনি উপনিবেশের সপক্ষতা করিয়া থাকেন। তাঁহার এতদ্বিষয়ক মত ভ্রমাত্মক কি না, সে স্বতন্ত্র কথা। কিন্তু তাঁহার উদ্দেশ্য অসৎ নহে। যাহা হউক, শ্রীবৃদ্ধিকারিবা তাঁহার নিকট যথোচিত সাহায্য প্রাপ্ত হইবেন সন্দেহ নাই। কিন্তু লেও সাহেবের ন্যায় তিনি নীলকরের পক্ষে কিছু করিবেন না। ভারতবর্ষের শ্রীবৃদ্ধি ও ভারতবর্ষীয়দিগের কল্যাণ সাধন তাঁহার প্রধান উদ্দেশ্য। বোধ হয় ইনকম টাক্স যে স্থান হইতে আসিয়া ভারতবর্ষে অধিষ্ঠান করিয়াছিলেন, চারলস ট্রিবিলিয়ানের শুভাগমনে তাহাকে সেই জন্মস্থানেই আশ্রয় করিতে হইবে। আগামি এপ্রেল মাসের বজেটের পর আর আমরা তাহাকে দেখিতে পাইব না। যাহা হউক, কাযের কি হইবে। যে উইলসন সাহেবের কার্য্যের প্রতিবাদ করিতে গিয়া তিনি পদচ্যুত হইয়াছিলেন তিনি সেই উইলসনের কর্ম্মে নিযুক্ত হইলেন। যে কর রহিত করিবার জন্য তিনি পূর্ব্বে প্রাণপণে চেষ্টা পাইয়াছেন, এক্ষণে সেই কর উঠাইয়া দেওয়া তাঁহারই [illegible]

একবার মাজিষ্ট্রেটের নিকটে তাহাদিগকে লইয়া যাইতে হইবে এবং তথায় তাহাদিগের গন্তব্য স্থান, কার্য্য, বেতন প্রভৃতির বিষয় স্পষ্ট করিয়া বুঝাইয়া দিতে হইবে। ঐ সকল শুনিয়া যাহারা অসম্মত হইবে তাহাদিগকে [illegible] হইবে না। তাহার পরে মাজিষ্ট্রেট কুলিদিগের রেজিষ্টরি করিয়া তাহার এক নকল নিজে রাখিবেন, আর এক খানি কন্ট্রাক্টারকে দিবেন।

২৮

পরে যাহাতে কুলিদিগের [illegible] কষ্ট না হয়, তাহার উপায় [illegible] করা হইয়াছে। আড্ভর্টেষ্ট সংগ্রহকারীর সহিত [illegible] লোক দিবেন [illegible] তত্ত্বাবধায়ক [illegible] এই কয়েকটি কথা জিজ্ঞাসা করিবে- পথে সে কোন কষ্ট পাইয়াছে কি না, সে নিজের গন্তব্য স্থান ও কর্ত্তব্য কার্য্য প্রভৃতির বিষয় [illegible] অবগত হইয়াছে কি না। তখনও যদি কেহ [illegible] তাহাকে কন্ট্রাক্টরের ব্যয়ে [illegible] পাঠাইয়া দিতে হইবে। [illegible] চিকিৎসক সকলের অবস্থাদির পরীক্ষা করিবেন। পরীক্ষা করা হইলে প্রতিজ্ঞা পত্র প্রস্তুত করা হইবে। পাঁচবৎসরের অধিক কালের প্রতিজ্ঞা পত্র করা হইবে [illegible]

প্রতিজ্ঞা পত্রের তাৎপর্য্য ও অর্থ [illegible] দিগকে বুঝাইয়া দেওয়া হইবে [illegible] তত্ত্বাবধায়ক তাহাতে [illegible] যে নৌকা বা বাষ্পীয় [illegible] কুলি প্রেরিত হইবে, তা- [illegible] অনুমতি [illegible] কুলিরা তাহাতে [illegible] অনুমতি পত্র [illegible] উত্তম স্থান [illegible] সংযোগ করিয়া [illegible] কুলিরা কর্ম্মস্থানে পঁহু- [illegible] কর্ত্তৃক

সংবাদ দিবেন। চা-কর অবিলম্বে কুলিদিগকে স্বাস্থ্যকর বাস স্থান দিবেন। যদি তিনি বিলম্ব করেন, মাজিষ্ট্রেট নিজ ব্যয়ে তাহাদিগকে বাসা দিয়া [illegible] চা করের নিকটে টাকা আদায় করিয়া লইবেন।

এই বিলটী অনেক অংশে প্রশংসনীয় হইয়াছে সন্দেহ নাই। কিন্তু ইহা এ [illegible] সুন্দর দেশের ন্যায় [illegible] প্রভৃতি গন্তব্য স্থানে [illegible] মাত্র উক্ত বিলের সহিত তাহা [illegible] সম্বন্ধের শেষ হইল। কিন্তু তথায় তাহাদিগের প্রতি যে অত্যাচার ও অন্যায় [illegible] করা হইবে, উক্ত বিলে তন্নিবারণের কোন উপায় করা হয় নাই। এবিষয়ের নিমিত্ত একটি স্বতন্ত্র ধারা কর্ত্তব্য। যদি মাজিষ্ট্রেট কুলিগণের আবেদন অথবা [illegible] উপায় দ্বারা [illegible] পারেন তাহাদিগকে নিষ্ঠুর আহার ও অসঙ্গত পরিশ্রম করাইয়া লওয়া হইতেছে, তাহা হইলে তিনি প্রথমে চা করকে সতর্ক করিয়া দিবেন। তাহাতে যদি ফল না হয় তিনি কুলিদিগকে চা করের ব্যয়ে তাহাদিগের নিজ নিজ স্থানে প্রেরণ করিবেন। এইরূপ একটি নিয়ম না হইলে ইডেনসাহেবের বিল বৃথা হইবে। পথের কষ্ট ত দুই মাস মাত্র, যে স্থানে [illegible] বৎসর থাকিতে হইবে, তথায় কোন কষ্ট না হয়, ব্যবস্থাপকদিগের তদ্বিষয়ে [illegible] যত্নশীল হওয়া অবশ্য কর্ত্তব্য।

আর একটি বিষয় বিশুদ্ধ যুক্তি ও বাণিজ্য শাস্ত্রের নিতান্ত বিপরীত হইয়াছে। গবর্ণমেণ্ট বলেন, তাঁহারা স্বাধীন বাণিজ্য ও স্বাধীন পরিশ্রমের বিঘ্নে হস্তার্পণ করিয়া তাহার [illegible] চেষ্টা করিবেন [illegible] কিন্তু এক ব্যক্তিকে একবারে [illegible] পাঁচ বৎসর কাল এক [illegible] [illegible]

সোমপ্রকাশ

প্রবর্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাম্।

৫ ভাগ। ৩ সংখ্যা। | সন ১২৬৯। ১৭ অগ্রহায়ণ। ইং ১৮৬২। ১ ডিসেম্বর | [illegible] বার্ষিক

সোমপ্রকাশ।

১৭ই অগ্রহায়ণ সোমবার।

সেকাল হইলে কি রেলওয়ের পাপীরা নিস্তার পাইত?

ক্ষয় রোগ যেমন অন্য অন্য বহু রোগের আশ্রয়, পবলিক ওয়ার্ক বিশেষতঃ রেলওয়ে ডিপার্টমেণ্ট তেমনি বহু দোষের আশ্রয় স্থান হইয়াছে। এখানে ধর্ম্ম ও ধর্ম্মনীতি ক্ষীণবল হইয়া একান্ত দীন ভাবে আধিপত্য করিতেছেন। সামান্য চৌর্য্য অবধি করিয়া কৃতঘ্নতা পর্য্যন্ত লঘু গুরু যাবতীয় পাতকেরই এ ডিপার্টমেণ্টের প্রতি সবিশেষ অনুগ্রহ আছে। অধিকতর খেদ ও বিস্ময়ের বিষয় এই, সচরাচর দেখিতে পাওয়া যায়, এই ডিপার্টমেণ্টের প্রধান পাপীরা ধর্ম্ম ও ধর্ম্মনীতিরূপ কঞ্চুক দ্বারা আচ্ছন্ন হইয়া বিলক্ষণরূপে আপনাদিগের অসৎ প্রবৃত্তির চরিতার্থতা করিয়া থাকে, কেহ তাহাদিগের কার্য্যের প্রতি সংশয়ও করিতে পারে না।

রেলওয়ে কর্ম্মচারিদিগের আচরণ ও ব্যবহার বৃত্তান্ত সতত আমাদিগের শ্রুতিপথ প্রবিষ্ট হইয়া থাকে। আমরা প্রায়ই শুনিতে পাই, অমুক কর্ম্মচারী অমুক মাসের অমুক তারিখে রেলওয়েতে প্রবেশ করিয়াছিলেন, এই অল্প কালের মধ্যে এত টাকা সংগ্রহ করিয়া কর্ম্ম পরিত্যাগ করিলেন। উল্লিখিত ডিপার্টমেণ্টে অর্থ অপহরণ করিয়া জী[illegible] রিবার বিলক্ষণ [illegible] উপায়ও আছে। এক গুণে ত্রিগুণ [illegible] লিখিয়া দিলেও কেহ সহসা ধরিতে পারেন না, ধরিবেই বা কে? উহা যাহাদিগের সম্পত্তি, তাঁহারা কখন চক্ষে দেখেন না; কর্ম্মচারিদিগের উপরেই নির্ভর। প্রধান কর্ম্মচারী যদি কৃতঘ্নতা দোষে দূষিত হইলেন, তাহার ত কথাই নাই।

কৃতঘ্নতার ন্যায় আর একটি দোষের সমধিক প্রাদুর্ভাব দৃষ্টিগোচর হইয়া থাকে। রেলওয়ে কর্ম্মচারিদিগের অনেকের কার্য্য ও ব্যবহার দ্বারা বোধ হয়, তাঁহারা গবর্ণমেণ্ট সত্তা স্বীকার করেন না। তাঁহারা স্বয়ংই অনুগ্রহ ও নিগ্রহ কর্ত্তা। এক জন সামান্য অপরাধ করিয়াছে, হয় ত তাহাকে গুরুতর দণ্ড করিলেন, কেহ বা গুরুতর অপরাধ করিয়া সামান্য দণ্ডে নিষ্কৃতি পাইল। দণ্ডিত ব্যক্তির এই বিষয় বিচারপতির কর্ণগোচর করিয়াও প্রায় কৃতার্থতা লাভ হয় না। রেলওয়েতে যাহা দেশের অধিকতর কল্যাণ হইতেছে, অতএব তৎকর্ম্মচারির দণ্ড বিধান করিলে পাছে রেলওয়ের কোন অনিষ্ট [illegible] না হউক, অথবা [illegible] আনুগত্য কি নিবন্ধন [illegible] ষ্ট্রেট ও মাজিষ্ট্রেটের [illegible] যোগ করেন না। [illegible] রিদিগের নিকটে [illegible] থাই বিফল হইতেছে [illegible] যখন স্বয়ং অপরাধি [illegible] ল, তখন গবর্ণমেণ্ট [illegible] কি? রেলওয়ে ডি[illegible] ষ্ট আছে, এ সং[illegible] স্বয়ং দণ্ড বিধান [illegible] দ্বিতীয়তঃ, যে [illegible] হইয়া গবর্ণমেণ্টে [illegible] করিল, সে [illegible] রাধে অপরাধী [illegible] আদালতে তাহার [illegible] কিন্তু যে কারণে [illegible] পাইল, তখন [illegible] লাভ হইল। [illegible] সেরূপই বা প্রকার [illegible]

রেলওয়ে সম্বন্ধে [illegible] কেন? এজন্য অনেকে [illegible] করিতে পারেন। ই[illegible] রূপ আছে, তন্মধ্যে [illegible] রেলওয়েতে ছোট [illegible] ধিক, ছোট লোক [illegible] কর্ম্ম করিতে [illegible] কাংশ মূর্খ [illegible] নিকটে অধিকার [illegible]

...র এক স্ত পরাধীন ...রে। সুতরাং তাহা ... বিশুদ্ধ ব্যবহারের ... পারে না। দ্বিতীয়, ...র বিশেষতঃ ইউরো... ...রূপ দণ্ড হয় না। ...রিয়া যদি অসভ্য রা... ...ইতেন, শিক্ষা পাই... ...রাজ্য রাজারা যদি ...ন, অমুক কর্মচারী ...র্থ করিয়াছে, তাহার ... বেতন ছিল, পশ্চাৎ ... টাকা হইয়াছিল, কিন্তু ... ৫০০০০ টাকা ব্যয় করি... ...এক্ষণ মাত্র তাহার বিষ... ...কারারুদ্ধ হইত সন্দেহ ... গবর্ণমেণ্টের অধিকার ...র ডাকাইতেরা নিস্তার ...

...দিগের ডাকাইতী ...আছে? রেলওয়ে কো... ...র প্রত্যেক কর্মচারির ...র্ণম প্রণালী প্রবর্ত্তিত ...ধীন কর্মচারির প্রতি অ... ...র অনুরাগ কেমন? তা... ...কেহ সন্দেহ করে কি ...রূপে সময় অতিবাহিত ... সবিশেষ অনুসন্ধান ... অনেক নিবারণ হই...

...লিয়ামের ভারতবর্ষে ...

...বিলিয়ান সোমপ্রকাশ ... তাহাকে যে ... ...গবর্ণরী ... ...

গতঃ বর্ত্তমান মন্ত্রিসম্প্রদায়ের অধিকার সময়ে ভারতবর্ষে আগমন করিবেন, বোধ হয় ভ্রমেও কেহ এরূপ মনে করেন নাই। অতএব ইহার ভারতবর্ষে আগমন সমাচার শ্রুতিগোচর হইলে পাঠকগণের চিত্ত চমৎকৃত হইবে সন্দেহ কি? কিছু দিন পূর্ব্বে মান্দ্রাজ টাইম্‌স লিখিয়াছিলেন, সর চারলস ট্রিবিলিয়ান লেও সাহেবের বর্ষে নিযুক্ত হইয়াছেন। আমরা তৎকালে এ কথায় বিশ্বাস করি নাই। কিন্তু গত সোমবার যে টেলিগ্রাম আসিয়াছে, তাহাতে তাঁহার নিয়োগ-বিষয়ে আর আমাদিগের অণুমাত্র সংশয় নাই।

যে মন্ত্রিবর্গ তাঁহাকে পদচ্যুত করিয়াছিলেন, তিনি তাঁহাদিগের অধীনেই আবার কর্ম স্বীকার করিলেন কেন? অনেকে ইহা বুঝিতে পারিতেছেন না। ... বুঝাও সহজ ...। সচরাচর লোকে যে যে কারণে রাজকর্ম স্বীকার করে, তাঁহার তাহার কিছুরই অসঙ্গতি নাই; ধন, মান ও পদ গৌরব এ সমুদয়ই আছে। তিনি স্বয়ং ধনিলোকের সন্তান এবং মেকলের পুস্তক প্রভৃতি সম্পত্তির অধিকারী হইয়াছেন। কেহ কেহ কহিতেছেন, মান্দ্রাজের গবর্ণরী কালে তিনি উইলসন প্রবর্ত্তিত টাক্সের বিরোধী হইয়া যে মিনিট লিখিয়া প্রচারিত করেন, তদ্দ্বারা তাঁহার অবিমৃষ্যকারিতার পরিচয় হইয়া তাঁহার কীর্ত্তিতে যে কলঙ্ক অঙ্ক হইয়াছে, তৎক্ষালন করিবার উদ্দেশেই তিনি পুনরায় ভারতবর্ষে আগমন করিতেছেন। কিন্তু এ কারণ টী আমাদিগের ... তোষকর হইতেছে না। প্রথমতঃ মিনিট ...চার করা আমাদিগের মতে তাঁহার দোষের নিমিত্ত হয় নাই। তিনি এক জন ভারতবর্ষের হিতৈষী কর্মচারী ... কাহা দ্বারা ভারতবর্ষের অহিষ্ট ঘটিবার সম্ভাবনা আছে, যতঃ পারকা যেরূপে হউক, তৎপ্রতিরোধ চেষ্টা তাঁহার অবশ্য কর্ত্তব্য।

তিনি মিনিট প্রচারকেই তৎপ্রতিরোধের উৎকৃষ্ট উপায় বলিয়া অবলম্বন করিয়াছিলেন। তিনি ইনকম টাক্স প্রবর্ত্তিত না করিয়া ব্যয় সংক্ষেপ দ্বারা আয় ব্যয়ের সমতা বিধানের পরামর্শ দিয়াছিলেন। এই পরামর্শের অনুসরণ করিয়া কার্য্য অনুষ্ঠিত হইলে যদি আয় ব্যয় সমতা বিধান সম্ভাবনা না থাকিত, তাহা হইলে তিনি দোষী হইতেন সন্দেহ নাই। কিন্তু যখন অন্যকেও সেই ব্যয় সংক্ষেপ রূপ উপায় অবলম্বন করিয়া আয় ব্যয়ের সমতা বিধান করিতে হইয়াছে, তখন তাঁহাকে দূষিত করা ন্যায্য হইতেছে না। তৎকালে ছয় কোটি টাকার অসঙ্গতি ছিল, ইনকম টাক্স কি তৎপূরণে সমর্থ হইয়াছিল? এ স্থলে আর একটী বিষয়েরও বিবেচনা করা আবশ্যক। চারলস ট্রিবিলিয়ান যৎকালে প্রতিবাদী হন, তৎকালে ইনকম টাক্স প্রস্তাব বিধিবদ্ধ হয় নাই। ঐ প্রস্তাব বিধিবদ্ধ করা কর্ত্তব্য কি না, তাহার বিচার হইতেছিল। রাজপুরুষেরা ইনকম টাক্স প্রস্তাবের প্রতি পক্ষপাত নিবন্ধন অন্ধ ... হই...। যদি উপকার ও অপকার গণনা করিয়া উহা বিধিবদ্ধ করিবার অভিলাষ করিতেন, কখনই উহা বিধিবদ্ধ হইত না। চারলস ট্রিবিলিয়ান তাঁহাদিগের কৃতজ্ঞতাভাজন হইতেন সন্দেহ নাই। এতাদৃশ স্থলে ইনকম টাক্স বিধিবিধায়ী রাজপুরুষেরা দোষী না হইয়া তিনি কিরূপে দোষী হইতে পারেন। অনেকে এই বলিয়া তাঁহার প্রতি দোষারোপ করেন যে, যখন সকল প্রধান রাজপুরুষে একবাক্য হইয়া একটি কাজ করিতেছিলেন, তখন বিরুদ্ধ বাদী হইয়া তাঁহার তৎপ্রতিরোধ চেষ্টা করা বিধেয় হয় নাই। ইহার উত্তরস্থলে আমাদিগের বক্তব্য এই, সকলে বুঝিতে না পারিয়া যদি একটি অন্যায় কার্য্য করেন, তিনি বুঝিতে পারিয়াছেন, ...

নহে? নীল উৎপন্ন হইল কেন? হিল ন সাহেব প্রতি ব্যক্তিকে আট আনা দিতে চাহিয়াও কৃতকার্য্য হইলেন না কেন? পরিশ্রমের এক রূপ বেতন ও বিক্রেয় দ্রব্যের এক প্রকার মূল্য নির্দ্ধারণ করিয়া রাখাই অন্যায়। এক্ষণে প্রতি বৎসর উত্তরোত্তর দ্রব্যের মূল্য বৃদ্ধি হইতেছে। দুই বৎসর পূর্ব্বে যে মজুরকে প্রত্যহ ছয় পয়সায় খাটান হইয়াছে, সে এক্ষণে প্রতি দিন চারি আনা উপার্জ্জন করিতেছে। এরূপ স্থলে মূর্খ ও নির্ব্বোধ ব্যতিরিক্ত কোন ব্যক্তি পাঁচ বৎসরের জন্য একবিধ বেতনে বদ্ধ থাকিতে অভিলাষী হইবে? শেষে নীলকরদিগের ন্যায় ঘটনা হইবে সন্দেহ নাই। ক্রমশঃ নিম্ন শ্রেণীর লোকেরা আইন ও আদালত ও যুক্তাযুক্ত কার্য্য বুঝিতে পারিতেছে। কুলিরা যতদিন নিতান্ত মূঢ় থাকিবে, ততদিনই চা-করদিগের লাভ, কিন্তু তাহাদিগের দীর্ঘকাল বিমূঢ়তা দর্শন সম্ভাবিত নহে। সম্ভাবিত হইলেও কি তাহাদিগকে ক্ষতিগ্রস্ত করা গবর্ণমেণ্টের কর্ত্তব্য? এক জন বুদ্ধিমান মজুর দুই জন অজ্ঞ মজুরের কাজ করিতে পারে। বেতনের নিয়ম একবিধ থাকিলে আসাম প্রভৃতি স্থানে বুদ্ধিমান মজুরের গমন সম্ভাবনা কি? আমাদিগের মতে কর্ম্ম স্থানে অবস্থানের কাল নিয়ম করা বিধেয় নহে এবং যে বৎসর যেরূপ বাজার হইবে, তদনুসারে মজুরদিগের বেতন নির্ণয় করা কর্ত্তব্য। এই নিয়ম প্রচলিত না হইলে উল্লিখিত প্রস্তাবিত বিলের [illegible] ও [illegible] হইবার সম্ভাবনা নাই।

আসিত ও ইউরোপীয়েরা এদেশীয়দিগের অন্তঃকরণের ভাব বুঝিতে পারেন নাই।

২৭এ নবেম্বরের ফ্রেণ্ড অব ইণ্ডিয়ায় রাজা দিনকর রাওয়ের ভারতবর্ষীয় গবর্ণমেণ্টকে সৎ পরামর্শ নামক এই নিবন্ধের একটী অনুবাদ দেখিয়া আমাদিগের অন্তঃকরণে যুগপৎ হর্ষ ও বিস্ময়ের উদয় হইল। আহ্লাদ হইবার কারণ এই, রাজা দিনকর রাও একজন অসাধারণ বুদ্ধিমান ও ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের হিতৈষী। হিতৈষী বুদ্ধিমান ব্যক্তির রাজ্যের হিতার্থ গবর্ণমেণ্টকে যেরূপ পরামর্শ দেওয়া উচিত, রাজা দিনকর রাও সেই প্রকার পরামর্শ দিয়াছেন। তিনি বলেন "এক শতাব্দী পূর্ব্বে এদেশীয় রাজগণ লোক রঞ্জন করিয়া প্রজা পালন করিয়াছিলেন। বিশেষতঃ আকবরের প্রতি সকলে বিশেষ সন্তুষ্ট ছিল। আকবর ভূমির রাজস্ব সংক্রান্ত উৎকৃষ্ট বন্দোবস্ত করিয়াছিলেন; অন্যবিধ কর কমাইয়া দিয়াছিলেন; এবং পঞ্চাইত প্রথা প্রবর্ত্তিত করিয়া শাসন কার্য্য নির্ব্বাহ করিতেন। কিন্তু তাঁহার উত্তরাধিকারিগণ তৎপ্রদর্শিত পথের পথিক না হওয়াতে প্রজারা অসন্তুষ্ট হইল; অসন্তুষ্ট হইয়া রাজদিগকে রাজ্যরক্ষার্থ আহ্বান করে। ইংরাজদিগের শাসন প্রণালী প্রজার অপ্রীতিকর নহে। ইঁহাদিগের রাজস্ব সংক্রান্ত বন্দোবস্ত উত্তম; দস্যুতস্করদিগের দণ্ড দানের রীতি উৎকৃষ্ট; কালেজ স্কুল প্রভৃতি অনেক হইয়াছে; রেলওয়ে নির্ম্মাণ ও খালাদি খনন করা হইয়াছে; এবং ইঁহাদিগের শিক্ষা প্রতিপালন বিষয়ে দৃঢ়তা আছে।" যে যে কারণে এদেশীয়দিগের ব্রিটিস গবর্ণমেণ্টের প্রতি অসন্তোষ জন্মিয়াছে, দিনকর রাও তাহার কয়েকটীরও উল্লেখ করিয়াছেন; সে কয়েকটী এই—ইনকমটাক্স, প্রভু ভক্ত উভয়বিধ লোকের নিকট হইতেই তুল্য রূপে অর্থ গ্রহণ এবং অনবহিত হইয়া দিন দিন আইন পরিবর্ত্তন।

বিস্ময়ের বিষয় এই, আমাদিগের দেশের নির্ব্বোধ ও সামান্য লোকেরাও

সংবাদ বিরহে মদীয় লেখনী এতকাল বিশ্রাম করিয়াছে, অধুনাও কোন অসামান্য ব্যাপার উপস্থিত নাই, তথাপি সন্নিহিত নগর ও পল্লী হইতে যাহা কিছু সংগ্রহ করিয়াছি, তাহা অবলম্বে প্রেরণ না করিয়া ক্ষান্ত থাকিতে পারিলাম না। যেরূপ দুর্দ্দশায় পড়িয়াছে, কে জানি আমার কোন পার্থিব অমঙ্গল ঘটিয়াছে এরূপ সংশয় মহাশয়ের মনে উদয় হয় কিম্বা আলস্যপরতন্ত্র হইয়া মহাশয়ের পাঠকবর্গকে এদেশীয় কোন কৌতুকজনক বা হিতকর ব্যাপারের জ্ঞানলাভ হইতে বঞ্চিত রাখিয়াছি মনে করেন, সেই আশঙ্কায় আমি অসময়ে লেখনী ধারণ করিলাম। এবং সর অন্যান্য দেশের প্রতি ধর্ম্মরাজের যে রূপ দৃষ্টি, এদেশের প্রতিও তদ্রূপ। ধর্ম্মরাজ, জ্বর ও বিকারাদি প্রিয়বয়স্যগণকে সহায় করিয়া মনোবাঞ্ছা পূর্ণ করিতেছেন, নিজ কোট চাঁদপুর যদিও তাঁহার দৃষ্টিপথে পতিত হয় নাই কিন্তু পার্শ্ববর্ত্তিপল্লীসমূহে তাঁহার [illegible]র দয়া। গত দুইমাসের মধ্যে কত পরি[illegible]যে ছারখার হইয়াছে, কত রমণী অনা[illegible]হইয়াছে, কত পতি প্রাণাধিকারূপ প্রতি[illegible] মনের শান্তিসহ বিসর্জ্জন দিয়াছে, কত [illegible]র ক্রোড় শূন্য হইয়াছে, কত পিতার [illegible]ত্র আশা ও অবলম্বন উচ্ছিন্ন হইয়াছে, [illegible]র আর সীমা নাই। মহাশয়! দোলতগঞ্জ [illegible]ানপুর ও বজরাপুর গ্রামে নিরন্তর হাহাকার ধ্বনি শ্রুতিগোচর হইতেছে। মৃত্যু গৃহস্থের দ্বারে দ্বারে ভ্রমণ করিতেছে, সকল গৃহেই তাহার ষোড়শোপচারে অতিথি সংকার হইতেছে, তথাপি তাহার বকোদর পূর্ণ ও জঠরানল নিবৃত্তি হইতেছে না।

গত বুধবার রজনী বিপ্রহর সময়ে এস্থানের এক ক্রোশ অন্তরে কৈরবী নদীতে এক খানি ক্ষুদ্র তরী জলমগ্ন হইয়া একটী স্ত্রীলোক পঞ্চত্ব প্রাপ্ত হইয়াছে। ঐ তরীতে কোন ভদ্র লোকের পরিবার যাইতেছিল। ৩ টী কুলকামিনী ৩ টী ২। ৩ বর্ষবয়স্ক শিশু দুইজন যুবা পুরুষ তন্মধ্যে ছিল। পোতবাহীর অবিমৃশ্যকারিতা দোষনিবন্ধন পোত জলমগ্ন হয়। জলমগ্ন হইবামাত্রই উল্লিখিত শিশুদিগের গর্ভাধারে মৃৎপিণ্ডের ন্যায় নদীতলশায়ী হইবার বিলক্ষণ সম্ভাবনা ছিল কিন্তু ভাগ্যক্রমে তাহাদের প্রাণরক্ষা হইয়াছে, তাহাদের জননী অপত্যস্নেহে মুগ্ধ হইয়া আপন জীবনের মমতা পরিত্যাগ করিয়া বালকগুলিকে বক্ষঃস্থলে স্থাপন করিয়া কেবল পদসঞ্চালনের দ্বারা সন্তরণ দিয়া নিরাপদে কূলে উপস্থিত হয়েন। কয়েক দিবস অতীত হইল বালকুল্যানিবাসি কালীকুমার সরকার নামে এদেশের একজন প্রসিদ্ধ জালব্যবসায়ী এখানকার ডিপুটী মেজেষ্ট্রর কর্ত্তৃক ধৃত হইয়া যশোহরের সেসন জজ সাহেবের বিচারে সমর্পিত হয়। জজ সাহেব তাহার ৭ বৎসর কারাবাসের আজ্ঞা দিয়াছেন। এখানে এরূপ জনশ্রুতি যে দুরন্ত কালীকুমার বিস্তর লোকের সর্ব্বনাশ করিয়াছে এবং ঐ রূপ নীচবৃত্তি অবলম্বন করিয়া জীবিকা নির্ব্বাহ করিত একথাও মিথ্যা নহে কিন্তু উপস্থিত বিষয়ে সে দণ্ডার্হ হয় না। তাহার সহিত অভিযোক্তার বিষম শত্রুতা ছিল, সেই সম্বন্ধে তাহাকে বিপাকে ফেলিয়াছে। যে সকল কৃত্রিম মোহর, তুলিকা, মস্যাধার প্রভৃতি দ্রব্য তাহার গৃহ হইতে বাহির করা হয় ও যাহার বলে তাহার কারাবাসের আদেশ হইয়াছে, সে সমুদয় তাহার নিজের নহে, নিজের হইলে সে বিলক্ষণ সাবধান করিয়া রাখিত, বহির্ব্বাটীস্থ গোগৃহের কোন প্রকাশ্য স্থানে রজ্জুবদ্ধ করিয়া ঝুলাইয়া রাখিত না। তাহার বিপক্ষ বৈরনির্য্যাতনমানসে সেই সকল দ্রব্যাদি কৌশল ক্রমে পূর্ব্বাহ্নেই তথায় রাখিয়া আসিয়া ডেপুটী মাজিষ্ট্রেটের নিকট তাহার নামে অভিযোগ করে। পশ্চাৎ তাঁহাকে সঙ্গে লইয়া গিয়া ঐ সকল দ্রব্যাদি দেখাইয়া দেয়। যে সূত্রে হউক অপরাধীর শাস্তি হওয়াই আহ্লাদের বিষয়। গত পরশ্ব রজনীযোগে এক জন মিথ্যাবাদি চরের বাক্যে বিশ্বাস করিয়া ডেপুটি অপর এক জন জালব্যবসায়ীর অনুসন্ধানে গমন করিয়াছিলেন। তথা হইতে একটি ক্ষুদ্র মোহর একটি নরুণ ও একটি জীর্ণ লেখনী আনিয়াছেন। এই তিনটি দ্রব্য তাহার চণ্ডীমণ্ডপের কোণে এক খুঁটির ভিতর ছিল, শুনিতেছি এব্যক্তি অতি ভদ্রলোক, কোন কালে ইহার এরূপ অখ্যাতি নাই, তাহার এক জন প্রতিবাসী সঙ্গে

[illegible] প্রকাশিত হইয়াছে।
[illegible] ছেলের প্রকৃতি।
[illegible] পাঁচখানি খোঁয়ারি আর
[illegible] লোকালয় কয়টি [illegible] অবস্থিতি
[illegible] হইবে ; আর যত [illegible] হইবে, এমতো
[illegible] আছে সর্ব [illegible] হইলে সন্দেহ
নাই।

উক্ত পত্রে বরিশাল হইতে সংবাদ পাইয়া [illegible] তত্রত্য ফৌজদারির ম্যাজিষ্ট্রেট [illegible] প্রকারে আপন ভৃত্যকে আগুন আনিতে পাঠাইয়া সেখানে সে এক নৌকায় যাইয়া দেখি [illegible] ১৪ জন লোক নিদ্রা যাইতেছে, নৌকার [illegible] কিছুর আর রহিয়াছে। সে মাজিষ্ট্রেট [illegible] সেখানে তিনি তৎক্ষণাৎ পুলিসের [illegible] সঙ্গে লইয়া তাহাদিগকে বন্দী করিয়াছেন বরিশালে আজি ও অনেক "বিধ [illegible] বাবু" আছেন।

[illegible] এক ব্যক্তি এক প্রকার নূতন [illegible] আবিষ্কৃত করিয়াছেন। তাহা স[illegible] মুখে ধরিয়া মুখব্যাদান করিলে গলার নলী [illegible] হৃদয়ের কিয়দংশ দেখিতে পাওয়া যায়, [illegible] নিশ্বাস প্রশ্বাসের সময়ে সে গুলির স্থান পরি[illegible] হইয়া উত্তম দেখায়।

[illegible] সহীস্তরের রেকর্ডার বাঙ্গালোরের আফিসর [illegible] দলের মুক্তিরক্ষাবিষয়ের প্রতিবাদ করিয়া [illegible] তথায় একটি নাট্যশালা আছে। এই [illegible] তথায় যাইয়া সুরাপান, সারঙ্গী [illegible] এবং অসবারা কামিনীদিগের সঙ্গ [illegible] করেন। এসকল গুণ না থাকিলে আফি[illegible]রের শোভা হইবে কেন?

আমরা শুনিলাম গবর্ণমেণ্ট শিয়ালদহ [illegible] [illegible] মৃত্যু ও কোজ দিবার বিষয়ে বহু সম্ম[illegible] [illegible] রেলওয়ে কোম্পানি কলিতেছেন [illegible] বিষয়ে ১০,০০০টাকা ব্যয় হইবে। গবর্ণমেণ্ট [illegible] টাকার অধিক দিতে চাহিতেছেন না। [illegible] পূর্ব বাঙ্গালার রেলওয়ে কোম্পা[illegible] টাকা অধিক [illegible] গবর্ণমেণ্টের [illegible] অসম্মত নহে।

১৩ই অগ্রহায়ণ বৃহস্পতিবার।

এই বারে [illegible] আমেরিকার যুদ্ধ শেষ [illegible]। [illegible] উত্তর বিভাগে প্রবেশ করি[illegible] [illegible] হইয়াছে। তাহাদিগের অ[illegible] ও দুরবস্থা উভয়েরই অপ্রতুল হইয়াছে।

[illegible] নিউজিলণ্ডের [illegible] দিগ[illegible] সঙ্গে বিদ্রোহীরা [illegible] পরাজিত হইয়াছে। আমাদিগের প্রার্থনীয় এই যুদ্ধের সহিত যেন দাসত্বেরও শেষ হয়।

ভূপালের বেগম সম্প্রতি ইউরোপীয় ও এতদ্দেশীয় অনেক সম্ভ্রান্ত লোককে এক ভোজ দিয়াছেন। রাণীর নূতন ষ্টার অর্পিবার সাম্বৎসরিক দিবসে এই ভোজ দেওয়া হয়। ভোজের সময়ে তিনি সপরিবারে তথায় উপস্থিত ছিলেন। বেগম কি কেবল বাহ্য আড়ম্বর দ্বারা প্রতিপত্তি লাভ চেষ্টায় আছেন? নিজ রাজ্যের অভ্যন্তরীণ উন্নতি সাধন দ্বারা অ[illegible] বিলাতীয় মহোদয়দের [illegible] পাইতেছেন কি না?

মান্দ্রাজের এক খানি সংবাদ পত্রে দৃষ্ট হইল বেলোরের পর্ব্বত গহ্বরে ৪৮ জন কয়েদী কাজ করিতেছিল, হঠাৎ তাহারা প্রহরী দিগের মস্তক কাটিয়া লইয়া পলায়ন করিয়াছিল। পলায়মান ৩১ জন ব্যক্তির মধ্যে ৭ জন পুনর্ব্বার ধৃত হইয়াছে। পুলিস এখনও তাহাদিগকে ধৃত করিবার যথোচিত চেষ্টা [illegible] নাই বলিয়া তাহাদিগের দুইবৎসর করিয়া মি[illegible] দণ্ড হইয়াছে। পুলিসের। কুপাদৃষ্টি ব্যতিরেকে আর কোন দুষ্কর্ম হয় না। কলিকাতার পুলিস কি করেন দেখা যাইবে।

রণজিৎ সিংহ অমৃতসরের বিখ্যাত [illegible] সির নিকটে এক মন্দির করিয়া যান। তত্রত্য লোকের এইরূপ সংস্কার আছে, ঐ দীর্ঘিতে স্নান করিলে কুষ্ঠ আরোগ্য হয়। ক্রমশঃ তথা[illegible] অনেক কুষ্ঠরোগী সমবেত হইয়াছে। ইহাতে পঞ্জাব গবর্ণমেণ্ট এই মন্দিরটি এক আতুরালয় করিবার মানসে মাসে ৮০ টাকা দিবেন সংকল্প করিয়াছেন। সর রবার্ট মণ্টগমারি প্রশংসনীয় সন্দেহ নাই।

সম্প্রতি সম্রাট আলেকজণ্ডার আজ্ঞা দিয়াছেন, রুশীয়া রাজ্যের বিচারপতিদিগের পুলিসের উপরে ক্ষমতা থাকিবে না। ভারতবর্ষেও এইরূপ চেষ্টা হইতেছে। রুশীয়াতে কি ভারতবর্ষের ন্যায় পুলিসমণ্ডলে উৎকোচ স্রোত প্রবাহিত আছে, [illegible] কোন্ দেশের?

[illegible] সাহেব আলাহাবাদে একটি [illegible]

[illegible]
[illegible]
[illegible] নিকাশের এ [illegible]
[illegible]রা নিরাশ্রয় হইয়া আছে।
[illegible] সভার [illegible]
[illegible] লইয়া ইংলণ্ডে [illegible]
[illegible] সর্ব্বদাই [illegible]
[illegible]। সেই দিবস গোধার্ম [illegible]
কটে এবং তাহার [illegible]
নাবিকদিগকে বধ করিয়াছে।
নামক মেইল [illegible]
লগ্ন হইয়াছে। [illegible]
ই, কিন্তু কিয়দংশ মেইল [illegible]
পুনর্ব্বার আর এক খানি জাহাজ
জাহাজের অংশকদিগের [illegible]
[illegible]।

বোম্বাই মেডেকী কা[illegible]
নামক একজন ইহুদি [illegible]
লয় নির্ম্মাণ করিবার [illegible]
দিয় অর্থ ১০,০০০ টাকা
[illegible]। ইহাতে ২০ রোগীর [illegible]
হইবে। সর বার্টল ফ্রিয়ার [illegible]
দিয়া চিকিৎসালয় নির্ম্মাণ করিবার [illegible]
দিয়াছেন।

বাঙ্গালোর [illegible]
নাট্যশালার দুইজন [illegible] প্রধান
পক্ষে বিরুদ্ধে কোন কথা [illegible]
জন আফিসর তাঁহাদিগের [illegible]
[illegible] নিকট পত্র দিলেন। [illegible]
আফিসরেরা [illegible] হইয়াছি[illegible]
সর হিরোজ কি [illegible]
[illegible] দিয়াছেন?

১৪ই অগ্রহায়ণ শুক্রবার।

[illegible] সোমবার চাঁপাতলায় একটি [illegible]
ব্যবহার হইয়াছে। শ্রীনাথ ঘোষ ও [illegible]
ব্যক্তি মদ্য পান করিয়া এক বেশ্যালয়ে [illegible]
করে। [illegible] তথায় [illegible]
তাহার [illegible] তত্রত্য এক[illegible]
বালিকাকে ধরিয়া আপনার
চরিতার্থতা। বালিকাটির [illegible]
আরম্ভ। "বাবুরা" এই
অন্যতর একটি বেশ্যাকে [illegible]

জন চিকিৎ ... ক-
গমন করে ... চি-
জীবন সংশয় ও তাহাদে-
রা, তৎকালে পুলিসে সংবাদ
বাব ও তাহার সম্পর্ক শূন্য হই-
ছি, চিকিৎসালয়ে আছে কিন্তু
রোগ্য লাভ করিতে পারে

... রাজা সাহেবের মজুর
... জন্য ৫০০০ টাকা দিয়াছেন।
... মহীশূরের রাজার বিষয়
... লিখিয়াছেন, রাজা এত
... ছেন যে তাহার পরিশোধ করা
... এমনস্থলে তাঁহার হস্তে রা-
কর্তৃত্ব ভার দেওয়া বিধেয় নহে।
বিভব দর্শনার্থ এক জন কবি
... কেন এত ঋণ হইল
... একটি অপার সমু?
... শনিবার।
... দীপালোক দেওয়া হইবে।

... রের রিজ্ সন্ডেলের অত্যাচারের বিষয়
... দেশীয় লেপ্টেনন্ট গবর্ণরের কর্ণগোচরে
... তিনি আসাম চা-কোম্পানিকে এক
... অভিপ্রায় জানাইয়াছেন, কুলিদিগের উপ
... কোন প্রকার অত্যাচার হইলে তিনি যথা-
... নিবারণ চেষ্টা করিবেন। আমাদিগের
... জিজ্ঞাস্য উপস্থিত হইতেছে, তাঁহার
... কাণ্ট্রাক্ট বিল যদি বিধিবদ্ধ হইত,
... হইলে কি তিনি কুলিদিগের প্রতি অ-
... নিবারণ বিষয়ে চেষ্টাবান হইয়া কৃত-
... হইতে পারিতেন?

... র্ক বলেন, "কলিকাতামধ্যবর্ত্তী
... নামক স্থানে সেখের বাগানের নি
... একটী আশ্চর্য্য হত্যা কাণ্ড হইয়া গিয়া
... প্রাতঃকালে উক্ত স্থানের
... পয়নালার ভিতরে এক
... পুরুষ ক পর্য্যন্ত
... জলে ভাস ...
... কে তাহাকে ...
... কোন চিহ্ন নাই ...

... পর্য্যন্ত।
... পারসেণ্ট — সি ... অবধি ৯৫॥ পর্য্যন্ত
... টীকা ...
৪ কোং টা — ৯৪। ... অবধি — ৯৪॥০ পর্য্যন্ত
৫ কোং টা — ১০৪।০ — অবধি — ১০৫৮০ পর্য্যন্ত
৫॥ কোং টা — ১১১৸৶০ — অবধি — ১১২ পর্য্যন্ত

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

১২ ই অগ্রহায়ণ বুধবার।

হারিংটন সাহেব ১৮৫৬ অব্দের ২১ (আব-কারী) আইন সংশোধন বিষয়ক বিল পাঠ করিবার অনুমতি পাইলেন। তিনি আরও নিম্নলিখিত বিল গুলি সভায় অর্পণ করিলেন।

সাধারণের ... কোন ব্যক্তি বা কোম্পানি ভূমি লইতে পারিবে এবিষয়ের এক বিল। ইহা আপাততঃ বঙ্গদেশে প্রচলিত হইবে। সিঙ্গাপুর, মলাক্কাপ্রভৃতির পুলিস সংশোধন বিষয়ক বিল। এই উভয় বিল সিলেক্ট কমিটির বিবেচনার্থ অর্পিত হইল।

হারিংটন সাহেবের প্রস্তাবানুসারে সিঙ্গাপুর প্রভৃতি উপনিবেশে উপনিবেশকারী প্রেরণ বিষয়ক বিলের প্রতি সিলেক্ট কমিটির রিপোর্ট পঠিত হইল।

আরকিন সাহেবের প্রস্তাবানুসারে স্ট্যাম্প-বিষয়ের বিল পঠিত ও সিলেক্ট কমিটির হস্তে অর্পিত হইল।

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা।

৮ ই অগ্রহায়ণ শনিবার।

ইডেন সাহেব আসাম কাছাড় ও শ্রীহট্টে কুলি প্রেরণের বিল অর্পণ করিলেন। ইহার দ্বারা কুলি সংগ্রহ, পথে তাহাদিগের প্রতি ব্যবহার প্রভৃতি বিষয় স্থিরীকৃত হইয়াছে। মেট-কাফ সাহেব মৌলবী আবদুললতিফ ও লেপ্টেনাণ্ট গবর্ণর ইহার পোষকতা করিলেন। বিল সিলেক্ট কমিটির হস্তে অর্পিত হইল।

ইউরোপীয় সমাচার।

লণ্ডন ৩রা ডিসেম্বর।

আমেরিকা ২২এ অক্টোবর মার্কিনদ আক্রমণ হয় নাই। মহাসভার সভ্য মনোনীত করিবার সময়ে সাধারণতন্ত্র পক্ষীয় অনেক লোক সভ্য পদ প্রাপ্ত হইয়াছেন।

নিউইয়র্ক ২৫এ অক্টোবর।

... প্রাক ... এক ... করিয়াছেন ...
... নিয়াছেন, ...
... আছে ...
... হইয়াছে ...

... বুধবার ...

... মুর্শিদ ... লাট সাহেব ...
... কাউন্সিলকে (বেঙ্গল ...) ...
... উচিত।) ...
... ভারতবর্ষের ... প্রণালী ...
প্রতিষ্ঠিত হইয়াছেন।

লণ্ডন ২৯এ অক্টোবর।

আমেরিকার যুদ্ধ সম্বাদ ... ইউনাইটেড
... কোটবিতে যুদ্ধ হইয়া গিয়াছে। ...
... সেনারা জয়ী হইয়াছে বলিতেছে। বিদ্রো-
হী সেনাপতি ... ৩০ হাজার সৈন্য লইয়া
... পাস হইয়া মেরিলাণ্ড, পেনসিল ...
ও বার্জিনিয়ায় প্রবেশ করিয়া এক ...
... বিস্তর দ্রব্য লইয়া গিয়াছেন। ...
চারলস টৌনে প্রধান শিবির স্থাপিত করি-
য়াছেন। বিদ্রোহীদিগকে প্রস্তাব করা হইয়াছে
... লক্ষ বস্ত্র। তুলা ক্রয় অথবা বল পূর্ব্বক ...
... ইউরোপে বিক্রয়ার্থ প্রেরণ করা উচিত। ...
... রাজ্য বিপ্লব ঘটিয়াছে। রাজা ... সিংহা-
সন ত্যাগ করিয়া পলায়ন করিয়াছেন। ...
... প্রধান ব্যক্তি কিছু দিনের জন্য এক শাস-
ন প্রণালী স্থাপিত করিতেছেন।

পীড়ার জন্য ইংরাজী রণতরী ... রাজ্য
পরিত্যাগ করিয়া সাইরাকিউজে যাইতে আজ্ঞা
পাইয়াছে। ফরাসী বাষ্পীয় জাহাজ কোম্পানি
মারসেলিসে কার্য্য আরম্ভ করিয়াছেন;
... হইতে প্রত্যাগমন করিয়াছেন।

রিউটারের টেলিগ্রাফ।

সাধারণতন্ত্রপ্রিয় দল মাকিলনকে পদচ্যুত
করিবার অভিপ্রায়ে যোগযোগ করিতেছেন
যেহেতু তিনি সেনাদিগের পশ্চাৎ ...
এই কারণ প্রদর্শন করিয়া অগ্রসর হইতেছে
না। ... ও ... নিকটে যু-
দ্ধ হইয়াছে। বিদ্রোহীরা পরাজিত হইয়াছে।
বিদ্রোহীরা ... সমবেত হইয়াছে
সেনাপতি ... প্রবেশ করিয়াছেন
এবং ... নিকটে ...
... দিগের এক ... গবর্ণমেণ্টের সেনা-
রা তাহাদিগকে ...।

... কর্তৃক

মাল্যবন্ধ ... মোহাম্মদ ...

[illegible] হইয়াছে। অস্মদেশের দুর্দ্দশাগ্রস্ত স্ত্রীলোকদিগের উদ্ধার [illegible] হইলে যথার্থ দেশহিতৈষী মহাত্মাদিগের আর উল্লেখ না করিয়া থাকিতে পারি না। ধর্ম্মাত্মা শ্রীযুক্ত বাবু রাজকুমার রায় চৌধুরি মহাশয় ইঁহার অবিচলিত যত্ন ও চেষ্টাবারা বারুইপুরে বর্দ্ধমানের ন্যায় অবৈতনিক ইংরাজী বিদ্যালয় সংস্থাপিত হইয়াছে। যে বিদ্যালয়ে সংস্থাপিত বহুকাল ইংরাজী ও বাঙ্গালা বিদ্যার বিলক্ষণ আলোচনা হইতেছে। এক্ষণ কি আনন্দ! দেখিতেছি যে উক্ত বিদ্যালয়, বৎসর বৎসর দুই একটী রত্ন প্রসব করিতেছে। সম্প্রতি মহাশয়! প্রায় পাঁচ মাস অতীত হইল এই পল্লীতে একটী ব্রাহ্মসমাজ সংস্থাপিত হইয়াছে। এক্ষণে এই পল্লীর যে দিকে নেত্রপাত করি [illegible] জ্ঞানালোক, ব্রাহ্মদিগের মানস [illegible] আমাদিগের মনন পথে পতিত [illegible] অপার আনন্দসাগরে উচ্ছলিত হইতে [illegible]। শ্রীযুক্ত বাবু রাজেন্দ্রকুমার রায়চৌধুরি [illegible] ধন্যবাদ, তাঁহার যত্নে বারুইপুরে ব্রাহ্মসমাজ [illegible] হইয়াছে। যে সমাজদ্বারা কত কত [illegible] ব্যক্তির অন্তঃকরণ হইতে অজ্ঞান অন্ধকার [illegible] হইয়া সত্যধর্ম্মের প্রকৃত জ্যোতি [illegible] সম্ভাবনা হইয়াছে এবং যিনি নানা প্র[illegible] ক্লেশ সহ্য করিয়াও স্বদেশের শ্রীবৃদ্ধি সাধনে [illegible] আছেন। এক্ষণে আমরা অকপট চিত্তে [illegible] সরকারে পরম পিতা পরমেশ্বরের [illegible] বিনীত ভাবে [illegible] নিবেদন করি যে [illegible] বিদ্যালয় ও ব্রাহ্মসমাজ চিরস্থায়ী হউক [illegible] সেই মহাত্মারা চিরজীবী হউন, যাঁহাদের [illegible] ও চেষ্টা দ্বারা এই হিতজনক কার্য্য অনুষ্ঠিত [illegible]।

বারুইপুর
ব্রাহ্মসমাজের একজন সভ্য
[illegible] মুখোপাধ্যায়।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয় সমীপেষু।

[illegible] প্রার্থনা [illegible]

[illegible] আপনি [illegible] প্রতীতি হইতেছে [illegible] প্রার্থনা (১) আপনি [illegible] আপনি যে যে বলে প্রার্থনা তাহা [illegible] না বলিয়া দুই [illegible] নির্ভর [illegible] বস্তুর জন্য প্রার্থনা [illegible] এই প্রকার প্রার্থনাকে ব্রাহ্মেরা বলেন আধিভৌতিক প্রার্থনা, এবং আপনি যে দৃষ্টান্ত দিয়াছিলেন যে এক ব্যক্তি [illegible] যে [illegible] পাপাচরণ করে [illegible] (ঈশ্বর [illegible] নাই) [illegible] ভাই [illegible] করিয়া থাকে যে ঈশ্বর আমাকে মঙ্গল ভাবে [illegible] এপ্রকার প্রার্থনা [illegible] এই আন্তরিক প্রার্থনা নহে, ইহাকে ব্রাহ্মে মৌখিক প্রার্থনা বলেন। কিন্তু যদি তাহার প্রার্থনা যথার্থই আন্তরিক হয় তবে যে তাহার আত্মা যথার্থ উন্নতির (২) দিকে [illegible] তাহাতে [illegible] কি? ব্রাহ্মেরা [illegible] লৌকিক ও মৌখিক প্রার্থনা [illegible] করেন না। ব্রাহ্মদিগের মতে আধ্যাত্মিক ও আন্তরিক প্রার্থনাই প্রার্থনীয়। [illegible] প্রার্থনা বিষয়ে ব্রাহ্মদিগের মত [illegible] সোমপ্রকাশ ও সোমপ্রকাশের পাঠকগণের [illegible] অতি সংক্ষেপ [illegible] লিখিতে প্রবৃত্ত হইলাম। [illegible] করিয়া ব্রাহ্মদিগের প্রার্থনা [illegible] বোধগম্য হইতে পারে।

প্রীতিই প্রার্থনার প্রধান সোপান। ঈশ্বরেতে প্রীতি না থাকিলে তাঁহাকে পাইবার জন্য প্রা-

[illegible]

(১) দুই দণ্ড বসিয়া যাহাকে "প্রেয়র বলেন, ব্রাহ্মেরা যদি তাহার "প্রার্থনা" এই অনুবাদ করিয়া থাকেন, তাহা হইলে আমরা ব্রাহ্মদের প্রার্থনা বুঝিতে পারি নাই একথা অযথার্থ নহে। "প্রেয়র" উপাসনা ও প্রার্থনা উভয় ঘটিত। কিন্তু আমরা এখনও কহিতেছি, প্রার্থনার (স্বার্থ হউক আর পরার্থ হউক কোন অভীষ্ট বিষয়ের যাচ্ঞার) অংশ সফল হইবার সম্ভাবনা নাই। স.

(২) পাপকারির অকপট অনুতাপ, পুনঃপাপ পরিত্যাগ চেষ্টা, প্রার্থনা, [illegible] [illegible] চিত্তকে [illegible] বিশুদ্ধ ও উন্নত বিষয়ে নিয়োজিত [illegible] কার্য্য দ্বারা আত্মার উন্নতি হয়। [illegible] আমাকে [illegible] [illegible]

[illegible] প্রার্থনা [illegible] আমাদের [illegible] প্রীতি চাই; [illegible] প্রীতি [illegible] [illegible] হইতে থাকে [illegible] ঈশ্বর যেই [illegible] প্রীতি, সেই প্রীতি [illegible] [illegible] প্রার্থনা [illegible] আমাদিগের [illegible] আমাদের যে প্রার্থনা [illegible] তাঁহার [illegible] পাইয়া [illegible] [illegible] পড়িল।

[illegible] "তাঁহা[illegible] এই [illegible] তোমাকে [illegible] [illegible] প্রীতি [illegible]

[illegible]

... বহিবে না যে ... [illegible]

... করিতে পারিব, ... তাঁহাকে পাইব ... [illegible]

... পাইয়া আর ...

... থাকিবে না আমারদের ... [illegible]

... নিকট ঈশ্বরকে যে ... [illegible]

তাঁকে চাওয়া কি ঈশ্বরের ... [illegible]

করে যে ব্যক্তিই প্রার্থনা করি ... [illegible]?

... আমাদিগকে ... [illegible]

... প্রার্থনা কি? ঈশ্বর যে সকল ... [illegible]

... সকলের জন্য ... [illegible]

আমারদের ... তিনি প্রদান করিবেন, না ... [illegible]

... কি ... করিবার জন্য তাঁহার ... [illegible]

তাঁহার নির্ভর ... কি এই ... [illegible]

... তুমি আমার হৃদয়কে ... [illegible]

... প্রার্থনা ... [illegible]

[illegible]

... কাহাকে প্রার্থনা করিলে ... [illegible]

... কেন ... ? ঈশ্বর যাহার জন্য যে ... [illegible]

... প্রদান করিয়াছেন তাহাই অবলম্বন করিতে ... [illegible]

... কিন্তু যে ঈশ্বরকে চায় তাহার প্রার্থনা ... [illegible]

... বলেন করা হইল, কারণ ... [illegible]

... তাঁহাকে প্রাপ্ত হয়। ... [illegible]

... আছে, ... [illegible]

... যেন ... দ্বারা বা ... [illegible]

... দ্বারা বা ... হন, না যে তাঁহাকে প্রার্থনা করে সেই ... প্রাপ্ত হয়। ঈশ্বরের নিকট আপনার ... প্রার্থনা করিতে পারি এই একটি অধিকার, ... একটি অধিকার এই যে ঈশ্বরের যে মহান ... তাহার সহিত সমভাব হইয়া যোগ দিতে পারি; তাঁহার সহিত ... প্রীতি ইহাতে সমভাব হইয়া যখন সকলের মঙ্গল হউক এই সাধারণ ... । অন্তরের সহিত তাঁহার ... সেই সাধারণ সাধু ইচ্ছা হইতেই বিশেষ ... সাধু ইচ্ছাও ... নির্গত হইতে থাকে, ... পরিপূর্ণ হইবে, ... [illegible]

(৪) ... [illegible]

[illegible]

(৫) ... [illegible]

[illegible]

শ্রীযুক্ত ... [illegible]

১২৬৯ ... [illegible]

শ্রীযুক্ত ... [illegible]

১২৬৯ অগ্রহা ... [illegible]

শ্রীযুক্ত বাবু ... [illegible]

১২৬৯ অগ্রহায়ণ ... [illegible]

শ্রীযুক্ত বাবু ... [illegible]

১২৬৯ কার্তিক ... [illegible]

শ্রীযুক্ত বাবু ... [illegible]

১২৬৯ কার্তিক ... [illegible]

... আমার ... [illegible]

... প্রার্থনা করিতে ... [illegible]

... যে প্রার্থনা ... [illegible]

সোমপ্রকাশ

" প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং।

৫ ভাগ। ৪ সংখ্যা। | সন ১২৬৯। ২৪ অগ্রহায়ণ। ইং ১৮৬২। ৭ ডিসেম্বর | মাসিক মূ. ১ টা বার্ষিক অ[illegible] ব ১০ টা

সোমপ্রকাশ।

২৪এ অগ্রহায়ণ সোমবার।

সর চারলস উড ও শ্রীবৃদ্ধিকারিদল।

পার্লিয়ামেণ্ট সভার আগামী [illegible] যেমন ভারতবর্ষের রাজকার্য্য সম্বন্ধে একটী মহারণক্ষেত্র হইবেক যোধগণ এই অদ্ভুত রণসজ্জা করিতেছেন। [illegible] আহূত ও সজ্জিত হইতেছেন। [illegible] কের যোদ্ধা ভারতবর্ষীয় ষ্টেট সেক্রেটারি সর চারলস উড [illegible] শ্রীবৃদ্ধিকারিদল। সর [illegible] কার্য্য প্রণালী যুদ্ধের লক্ষ্য। শ্রী[illegible] দল ঐ কার্য্য প্রণালীর [illegible] য়াছেন। রণস্থলে যে প[illegible] পক্ষেই জয় লাভ। যাঁহার [illegible] থাকিবে, তিনিই জয়[illegible] [illegible] সেক্রেটারির [illegible] [illegible] প্রদর্শন করিয়াছেন; [illegible] হৃদয়ে বিরোধি পক্ষের [illegible] [illegible] নিতান্ত বলবতী [illegible] জয় লাভ নিতান্ত অনিশ্চিত [illegible] সর চারলস উডের জয়লাভ[illegible] [illegible] সন্দেহ নাই।

যাঁহারা ভারতবর্ষের [illegible] অগ্রে করিয়া ষ্টেট সেক্রেটারির কার্য্যের গুণ দোষ বিবেচনা করিবেন, তাঁহারা [illegible] হাকে পরিত্যাগ করিয়া [illegible] পক্ষে পক্ষপাতী [illegible] [illegible] [illegible] [illegible] এবং [illegible] [illegible] আপনাদি[illegible] [illegible] [illegible] করিয়া কার্য্য কর[illegible] [illegible] হইলেও একপ রাজ পুরুষের [illegible] [illegible]। সর চারলস উড এত [illegible] ভারতবর্ষ সম্বন্ধে যে যে কাজ করিয়াছে[illegible] ভারতবর্ষবাসিদিগের শুভ ও উন্নতিই [illegible] তাহার উদ্দেশ্য নহে?

শ্রীবৃদ্ধিকারিদলের মধ্যে প্রধান [illegible] সামী ক্লেণ্ড অব ইণ্ডিয়া [illegible] ইংরা[illegible] ভাবাপন্ন বাবুদিগকে [illegible] [illegible]

[illegible] নিয়ম করিয়াছেন এবং লেডি [illegible] বাদার কিয়দংশ উদ্ধৃত [illegible] দেখাইয়াছেন। এখন [illegible] কোন [illegible] অবলম্বন করিবেন? [illegible] লস উডের কার্য্য প্রণালীর প্রতি এই আয়। তাঁহার কার্য্যের প্রতি [illegible] র ভারতবর্ষীয়দিগের স্বার্থ পরি[illegible] রিয়া শ্রীবৃদ্ধিকারিদলের স্বার্থ স[illegible] অনুরোধ, এ দুইই এক কথা। অত[illegible] বরং উডের বিপক্ষতা করিতে [illegible] পক্ষ বিপক্ষতা করা হইবে। শ্রীবৃদ্ধিকারিদলের সপক্ষতা না [illegible] গালি খাইতে হইবে। তাঁ[illegible] বেন, এদেশীয়েরা আজিও [illegible] শক্তি লাভ করিতে পারেন [illegible] ইহাঁদিগের কর্ত্তব্যাকর্ত্তব্য [illegible] আজিও অকৃতজ্ঞতা ইহাঁদি[illegible] ইতে দূরীভূত হয় নাই, ইহাঁ[illegible] [illegible] তির প্রসাদে মানুষের মত [illegible] হন, তাহারই বিপক্ষতাচরণ করি[illegible] র। যাহা হউক, বাবুরা এই গালির [illegible] সর চারলস উডের বিপক্ষতাচরণ [illegible] স্বজন্মভূমির অনিষ্ট সাধনে প্রবৃত্ত [illegible] ন, ইহা কোন ক্রমেই সম্ভাবিত নহে। [illegible] কেহ কেহ বলেন, এখন যেমন ষ্টেট [illegible] সেক্রেটারির ভারতবর্ষের কার্য্যে সর্ব্বময় [illegible] তা আছে, এরূপ না থাকিয়া যদি ই[illegible] [illegible] অল্পতা হয় ভারতবর্ষের সবিশেষ [illegible] ল হইতে পারে। সেও সাহেব সেই [illegible] কল্যাণ লাভের প্রমাণ স্থলে লাই[illegible] স ও ইনকমটাক্সের কিয়দংশ পরিত্যা[illegible] ক উদাহরণ স্বরূপ নির্দ্দেশ করিয়াছে [illegible] ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের যত স্বাধীনতা [illegible] ততই ভারতবর্ষীয়দিগের কল্যাণ [illegible] ভের সম্ভাবনা, আমরা বহুবার একথা [illegible] কার করিয়াছি। কিন্তু এস্থলে আমাদি[illegible] র একটি বক্তব্য আছে, যেখানে শ্রীবৃদ্ধি[illegible] কারিদলের সহিত এদেশীয়দিগের স্বার্থ [illegible] ক রূপ হইবে, সেই [illegible] সেই কল্যাণ

লাভ হইতে [illegible] কিন্তু পরস্পরের স্বার্থ ভেদ স্থলে [illegible] অনিষ্ট ঘটিবার সম্পূর্ণ সম্ভাবনা [illegible] বিষয়ে শ্রীবৃদ্ধি কারিদলের মতই [illegible] গবর্ণমেণ্টের নিকটে সমধিক [illegible]। সেই মত প্রচারের প্রবল যন্ত্র আছে। সে যন্ত্র ইংরাজী সমাচার পত্র। রাজপুরুষদিগের অনেকে এদেশীয়দিগের মতে আস্থা করেন না। অনেকের এরূপ সংস্কারও আছে যে এদেশীয়দিগের একটি সাধারণ মত নাই (এটি সামান্য মূর্খতার কথা নহে, আমরা দেখিতে পাইতেছি এই সাধারণ মতের উপরে সমাজের অনেক গুণাগুণ নির্ভর করিতেছে) তাঁহারা শ্রীবৃদ্ধি কারিদলের মতানুসারে চলিবেন সন্দেহ নাই। তাহা হইলে এদেশীয়দিগের ইষ্ট লাভ ও স্বার্থ সিদ্ধির সম্ভাবনা কি?

যে মত যখন প্রবল হয়, তদনুসারে কার্য্য হইয়া থাকে, ইহা চিরপ্রসিদ্ধ আছে। ইংলণ্ডের অধীশ্বর সপ্তম হেনরির সময়ে এম্‌সন ও ডড্‌লি নামে দুই জন কর্ম্মচারী রাজানুমোদিত হইয়া প্রজা পীড়ন করিয়া অর্থ সংগ্রহ করে। প্রজারা তাহাদিগের উপরে খড়্গহস্ত ছিল, অষ্টম হেনরির রাজত্ব হইলে তাহাদিগের দণ্ডবিধান চেষ্টা হয়। কিন্তু পীড়নকারী বলিয়া তাহাদিগের নামে অভিযোগ করিয়া তাদৃশ কৃতার্থতা লাভের সম্ভাবনা না থাকাতে এই বলিয়া কল্পিত অভিযোগ করা হইল যে তাহারা সপ্তমহেনরির মৃত্যুর পর অষ্টম হেনরির প্রাণসংহার করিয়া স্বহস্তে রাজ্যভার গ্রহণ করিবার চেষ্টা পাইয়াছিল। এই অভিযোগের বিচার হইয়া তাহাদিগের দণ্ড হয়। জুরিরাও তাহাদিগের দণ্ড হওয়া সকলের অভিমত দেখিয়া ঐ কল্পিত দোষে তাহাদিগকে অপরাধী করিয়াছিলেন। আজিও ভারতবর্ষে যে ইউরোপীয় অপরাধীর যথাবিধি দণ্ড হয় না, তাহারও কারণ এই। ইউরোপীয়েরা [illegible]

পাছে অসন্তুষ্ট হন, গবর্ণমেণ্ট এই ভয় [illegible] করেন। অতএব যাবৎ এদেশীয়দিগের মত ইউরোপীয়দিগের তুল্য ভাবে আ[illegible] দৃত না হইতেছে, তাবৎ ষ্টেট সেক্রেট[illegible] রির ক্ষমতার হ্রাস করিবার চেষ্টা তত [illegible] সাধক নহে।

অন্য অন্য কালেজেও বি এ উপাধি
লাভের পরীক্ষা গ্রহণ রীতি
প্রবর্ত্তিত করা উচিত।

সম্প্রতি ১৮৬০। ৬১ অব্দের এডুকেশন রিপোর্ট প্রচারিত হইয়াছে। পাঠকগণ ইহার স্থূল মর্ম্ম প্রস্তাবান্তরে দর্শন করিবেন। ইহা আটকিন্সন সাহেবের দ্বিতীয় বর্ষের কার্য্যের বিবরণ। এই দুই বৎসরের মধ্যে আমরা তাঁহার নিকটে অনেকবিধ ইষ্ট ফল লাভের প্রত্যাশা করিয়াছিলাম। কিন্তু অনেক বিষয়ে পূর্ণমনোরথ হইতে পারি নাই। তবে তাঁহার বিষয়ে এককালে হতাশ হওয়াও হয় নাই [illegible] বোধ হয়, তিনি দীর্ঘকাল আর আমাদিগকে ক্ষোভ প্রকাশের অবসর প্রদান করিবেন না। অদ্য আমরা এই প্রসঙ্গে তাঁহাকে দুই একটি সৎপরামর্শ দানে প্রবৃত্ত হইলাম।

বঙ্গদেশে যত বিদ্যালয় প্রতিষ্ঠিত হউক, যে পর্য্যন্ত এতদ্দেশীয় বিদ্যার্থিগণের মনে বিজ্ঞান, নীতি, ধর্ম্মনীতি, পদার্থ বিদ্যা ও বার্ত্তাশাস্ত্র প্রভৃতি দৃঢ়তররূপে বদ্ধমূল না হইবে, সে পর্য্যন্ত প্রকৃত কল্যাণ লাভ সম্ভাবনা নাই। সামান্য লেখা পড়া শিখিয়া বিশেষ ইষ্ট লাভ সম্ভাবিত নহে, বরং তাহা অনিষ্টেরই হেতু হয়। এক জন সংস্কৃত কবি লিখিয়াছেন,—

অজ্ঞঃ সুখমারাধ্যঃ
সুখতরমারাধ্যতে বিশেষজ্ঞঃ।
জ্ঞানলবদুর্বিদগ্ধং
ব্রহ্মাপি নরং ন রঞ্জয়তি।

মূর্খকে অনায়াসে সন্তুষ্ট করা যায় [illegible]

সহজ কর্ম; কিন্তু যে ব্যক্তি যৎকিঞ্চিৎ জানে, ব্রহ্মাও তাহার মনোরঞ্জন করিতে পারেন না।

পোপও এক স্থানে এই ভাবে লিখিয়াছেন;

অল্পজ্ঞান অনর্থের কারণ, পেয়িরিয়ান নির্ঝর জল পর্য্যাপ্ত পরিমাণে পান না করিলে উন্মাদ জন্মে।

ফলতঃ অল্পজ্ঞ ব্যক্তিরাই ভারতবর্ষের উন্নতি লাভের প্রধান অন্তরায় হইয়াছে। ভারতবর্ষবাসী অধিকাংশ লোকের অল্পজ্ঞতা নিবন্ধন যে অনিষ্ট ঘটিতেছে, আমরা অণুক্ষণ তাহা অনুভব করিতেছি। তবে অল্পজ্ঞ হইতে এতদিন গবর্ণমেণ্টের কিছু উপকার লাভ ছিল বটে। কেরাণীগিরি প্রভৃতি কয়েকটি কর্ম অনায়াসে চলিয়া যাইতেছিল। কিন্তু একণে মুদ্রাযন্ত্রের সমধিক প্রাদুর্ভাব হওয়াতে সে উপকার ক্রমে হ্রাস হইয়া আসিতেছে।

একণে বিবেচনা করা কর্ত্তব্য এ দেশে বিজ্ঞান শাস্ত্রাদির সমধিক প্রাদুর্ভাব হইবার উপায় কি? প্রথমতঃ এতদ্দেশীয়দিগের যত্ন, অর্থ সাহায্য দান, এবং গবর্ণমেণ্টের আনুকূল্য। যাঁহারা বঙ্গদেশকে উত্তমরূপে জানেন, তাঁহারা অনায়াসে বুঝিতে পারিবেন, এদেশীয়েরা আজিও এতাদৃশ ক্ষমতাপন্ন হন নাই যে এবম্বিধ বৃহৎ কার্য্যে হস্তার্পণ করিয়া সম্পূর্ণরূপে কৃতকার্য্য হইয়া উঠেন। গত ৩০ বৎসরের মধ্যে অনেক বিপর্য্যয় হইয়াছে, একথা আমরা অস্বীকার করি না। গবর্ণমেণ্ট অনেককে সুশিক্ষিত করিয়াছেন; অনেকে গবর্ণমেণ্টের প্রসাদে বিজ্ঞানাদি শাস্ত্রে সবিশেষ ব্যুৎপন্ন হইয়াছেন। ভারতবর্ষকে অজ্ঞানান্ধকার হইতে উদ্ধার করিবার অনেকের ইচ্ছা ও চেষ্টা জন্মিয়াছে। অনেকে সেই চেষ্টানুরূপ কার্য্যও আরম্ভ করিয়াছেন। কিন্তু যাঁহাদিগের সাহায্য দ্বারা সবিশেষ উপকার হইবার সম্ভাবনা আছে, সেই চেষ্টাকারিদিগের মধ্যে তাদৃশ ধনী লোকের সংখ্যা অতি অল্প। ইদানীন্তন ধনিদিগের অনেকে বিদ্যালয় প্রতিষ্ঠাকে একটি আসবাবের মধ্যে বোধ করেন। ফলতঃ এ দেশীয়েরা আজিও বহুব্যয়সাধ্য বিজ্ঞান শাস্ত্রাদির অনুশীলনার্থ বিদ্যালয়াদি প্রতিষ্ঠায় সমর্থ হন নাই। গবর্ণমেণ্ট প্রতিষ্ঠিত তাদৃশ বিদ্যালয়ের সংখ্যাও অধিক নয়। যে দুই একটি প্রতিষ্ঠিত হইয়াছে, স্বল্প কাল মধ্যে তাহাতে আশাধিক ফললাভও হইয়াছে। এই সময়ে আমাদিগের বিজ্ঞতম ইয়ঙ্গ সাহেবের কথা স্মৃতিপথে উদিত হইল। ইয়ঙ্গ সাহেব তিন বৎসর পূর্ব্বে স্ট্রুয়ার্ট কলিকাতা স্ট্রিটে বসিয়া লিখিয়াছিলেন, গবর্ণমেণ্ট যদি একণে শিক্ষা দান কার্য্যে পরাঙ্মুখ হন, ক্ষতি হইবে না, বাঙ্গালিরা একণে বিদ্যার রসজ্ঞ হইয়াছেন এবং তাহার ফলোপধায়িতা বুঝিতে পারিয়াছেন, তাঁহারা একণে অন্য সাহায্য নিরপেক্ষ হইয়া স্বয়ং শিক্ষাকার্য্যে দীক্ষিত হইতে পারিবেন। বোধ হয়, ইয়ঙ্গ সাহেব ভ্রমেও কখন চৌরঙ্গির সীমা অতিক্রম করিয়া সীমালঙ্ঘন দোষে দূষিত হন নাই। এ দেশে বিজ্ঞানাদি শাস্ত্রের সমধিক অনুশীলন না হওয়াতে এ দেশের কত অনিষ্ট ও গবর্ণমেণ্টের কত ক্ষতি হইতেছে, যাঁহারা মফস্বল পরীক্ষা করিয়া দেখিয়াছেন, তাঁহারাই বুঝিতে পারিয়াছেন। আমরা বাহুল্যরূপে যে যে বিষয়ের শিক্ষা দান প্রস্তাব করিতেছি, কলিকাতা প্রেসিডেন্সি কালেজ কেবল এক তদুপযোগী আছে। গবর্ণমেণ্টের অর্থের অসঙ্গতি নিবন্ধন হউক, অথবা শিক্ষাকার্য্যের কর্মচারিদিগের অনবধানতা বশতই হউক, অনেক যে কয়েকটি মফস্বল বিদ্যালয় প্রেসিডেন্সি কালেজের সমকক্ষতা লাভার্থ উদ্যত হইয়াছিল, তাহাদিগের উন্নতির পথ রুদ্ধ করা হইয়াছে। পাছে মফস্বল বঙ্গদেশের বুদ্ধিমান ছাত্রেরা প্রাপ্ত হইতে থাকে, সেই গুলি পুনরায় [illegible] হয়, এই শঙ্কায় তাঁহারা সাবধানে প্রতি বৎসরই তাহার মূলে এক একটি আঘাত করিয়া থাকেন। [illegible] বার স্থান নাই, মফস্বলের কালেজগুলি একদা প্রেসিডেন্সি ও হিন্দুকালেজকে স্পর্দ্ধা উত্তেজনা করিয়াছিল, অগ্রবর্ত্তি হওন [illegible] ক্রিয়া দাও। পাঠকগণ [illegible] করিয়া ১৮৫৪ অব্দ পর্য্যন্ত কৃষ্ণনগর ও হুগলী কালেজের [illegible] স্থা ছিল, একবার দর্শন করুন। ১৮৫০ অব্দে ৯ জন প্রথম [illegible] পান, তন্মধ্যে ঢাকার ৩ কৃষ্ণনগরের ২ জন, হুগলীর এক জন [illegible] জের ২ জন। ১৮৫১ অব্দে [illegible] ঢাকার ২ জন, হুগলীর ৫ [illegible] ৪ জন এবং হিন্দু কালেজের [illegible] বৃত্তি পাইয়াছিলেন। ১৮৫২ অব্দে [illegible] মধ্যে ঢাকার ২ জন, [illegible] কৃষ্ণনগরের হুগলীর ৪ জন এবং হিন্দু কালেজের [illegible] জন পরীক্ষাতে উত্তীর্ণ হইয়াছিলেন। ১৮৫৩। ৫৪ [illegible] ১ জন, [illegible] ৪ জন, এবং কলিকাতার ৭ জন [illegible] ১৪ জন ছাত্রবৃত্তি প্রাপ্ত হন।

একণে [illegible] হইতেছে [illegible] বলের কালেজ [illegible] কোন অংশে হিন্দু কালেজের [illegible] তবে [illegible] বিদ্যালয় [illegible] কেন? [illegible] অবস্থা ও রূপান্তর [illegible] ইহার কারণ বলে? গবর্ণমেণ্ট যেন [illegible] অর্থের [illegible] অল্প কারণ প্রদর্শন করিয়াছিলেন, এখন সে পথও রুদ্ধ হইয়াছে।

১৮৬০। ৬১ অব্দে এই বঙ্গদেশে গবর্ণমেণ্টের ১৩ কোটি টাকা লাভ হইয়াছে, তন্মধ্যে শিক্ষা কার্য্যে কেবল ৮ লক্ষ টাকা ব্যয়িত হইয়াছে। হিসাব করিয়া দেখিলে

ব্যক্তিতে৶ দশ আনা পড়িছ না। ইংলণ্ডেরাকেরা এত যে সভ্য, সেখানেও মেণ্টকে প্রতি ছাত্রে ১৫০ দিতে । বঙ্গদেশীয় গবর্ণমেণ্ট বিদ্যাবিষয়ে কৃপণতা করিতেছেন আমরা বুঝতে পারিতেছি না। [illegible] ইসে গবর্ণমেণ্ট কি তা [illegible] ন করেন না ? এক্ষণে [illegible] ম্র বিদ্যালয় হইয়াছে। [illegible] যে রিয়া অনেক ছাত্র প্রবে [illegible] তেছে কিন্তু তাহাদিগের [illegible] তেছেন মাত্র সার হইতেছে। [illegible] য়ে সি কালেজে অধ্যয়ন ক [illegible] রিয়া। কলিকাতায় অবস্থিতি [illegible] রের যাবতীয় ব্যয় নির্ব্বাহ [illegible] উলি কালেজে অধ্যয়ন [illegible] লোকে সহজ নহে। যদি [illegible] কালেজ থাকিত, [illegible] ই সকল কালে [illegible] র্ণ হইত। [illegible] রোধ এই, [illegible] তে টাকা [illegible] বহরমপুর প্রভৃতি স্থানে বি এ উপা র পরীক্ষা দানপ্রথা প্রবর্ত্তিত হয়, তাই র্ণর সাহেব তদ্বিষয়ে যত্নবান হন। [illegible] আমাদিগের বক্তব্য শেষ রহিল, অবকাশে আমরা পুনরায় এবিষয়ে হস্তক্ষেপ করিব।

বাঙ্গালাদেশীয় হিন্দুরা এত অলস, ক্ষীণবল ও হীনসাহস কেন ?

মূর্খ বৈদ্যকে যে কোন রোগের নিদান জিজ্ঞাসা কর " বাতপিত্তকফের বৈষম্য " এই এক মাত্র উত্তর শ্রবণ করিবে, আমরাও তেমনি বঙ্গদেশীয়দিগের আলস্য ও হীনবীর্য্যতাদিকে এক মাত্র কারণে পর্য্যবসিত করি। সেই কারণ—দেশের দোষ। দেশের দোষই যদি এক মাত্র কারণ হইত, তাহা হইলে বঙ্গদেশ বাসী মুসলমানেরাও হিন্দুদিগের ন্যায় অলস ক্ষীণবল ও হীনসাহস হইতেন সন্দেহ নাই।

কাপুরুষেরা যেরূপে দৈবের উপরে নির্ভর করিয়া থাকেন, সেইরূপ আমরা কেবল এক দেশের দোষকে কারণ রূপে নির্ণয় করিয়া নিশ্চিন্ত না হইয়া যদি অন্য অন্য কারণের অন্বেষণে প্রবৃত্ত হই, বাল্য বিবাহ, অসার দ্রব্য ভক্ষণ, সুলভ জীবিকা, শ্রমের অনভ্যাস প্রভৃতি অনেক গুলি কারণ আমাদিগের বুদ্ধিপথে আবির্ভূত হইবে সন্দেহ নাই। অদ্য বাল্যবিবাহাদির প্রসঙ্গ করা আমাদিগের অভিপ্রেত নহে, শ্রমের অনভ্যাস, প্রবলের অত্যাচার, পরাধীনতা, ও যে সে [illegible] পরাঙ্মুখতা এই ক [illegible] করাই অভিপ্রেত। [illegible] শারীরিক পরিশ্রম অভ্যাস [illegible] শরীর [illegible] হইয়া কখন বল, [illegible] ও [illegible] হয় না, কিন্তু বঙ্গদেশের দুর্ভাগ্য [illegible] ব্যবস্থার দোষে সেই শারীর শ্রমের মহান বিঘ্ন উপস্থিত হইয়াছে। পূর্ব্বে মনু প্রভৃতি প্রাচীন রাজগণের অধিকার কালে ব্রাহ্মণাদি বর্ণ বিভাগ প্রথা প্রবর্ত্তিত হয়, [illegible] বর্ণের লোক [illegible] যাই সেই বিভাগের উদ্দেশ্য। তৎকালে [illegible] ব্যবসায় ও কার্য্য [illegible] আপন আপন ব [illegible] সকল বর্ণকেই বাল্যা [illegible] করিতে হইত। শ্রমাভ্যাসের রীতি ছিল বটে, কিন্তু স্বতন্ত্র স্বতন্ত্র বর্ণের স্বতন্ত্র ব্যবসায় নিরূপিত থাকাতে শারীরিক বল বীর্য্যাদি বিষয়ে বহুতর ইতর বিশেষ দৃষ্ট হইত। অন্য কোন বর্ণই তদ্বিষয়ে ক্ষত্রিয় বর্ণের তুল্য ছিল না। ক্ষত্রিয়েরা শৈশবাবধি অস্ত্র ও ব্যায়ামাদি শিক্ষায় কালক্ষেপ করিত, সুতরাং অন্য যাবতীয় বর্ণের অপেক্ষা তাহাদিগের বল, বীর্য্য, উৎসাহ ও সাহসাদি গুণের উৎকর্ষ লাভ হইত।

এক্ষণে সর্ব্বত্রই হিন্দু জাতির ব্যবসায়াদি বিভাগ বিপ্লব প্রাপ্ত হইয়াছে। কিন্তু ভারতবর্ষের অন্য কোন অংশ বাঙ্গলাদেশের ন্যায় অশৌর্য্যশালী নহে। অন্য [illegible] অংশের হিন্দুদিগের ব্যবসায় বিচার নাই [illegible] উত্তর পশ্চিম অঞ্চলে গমন কর, এই বিপ্লব স্পষ্ট নয়নগোচর হইবে। যজন, য[illegible]জন, অধ্যয়ন, অধ্যাপন, দান, ও প্রতিগ্রহ এই ছয়টী যে ব্রাহ্মণ জাতির কর্ত্তব্য বলিয়া নির্দ্দিষ্ট হইয়াছিল, এক্ষ[illegible] সেই জাতি স্বহস্তে লাঙ্গল ধরিয়া ক্ষে[illegible] কর্ষণ করিতেছে; দৌবারিকতা প্রভৃতি অতি নিকৃষ্ট কর্ম্মও তাহাদিগের অনাদৃত ও অনবলম্বিত নহে। যাহারা কর্ষণ বহন[illegible]দি করিয়া থাকে, তাহাদিগের আপন[illegible] হইতেই শ্রমাভ্যাস হইয়া উঠে। ঐ সকল দেশে এমনি একটী রীতি হইয়া উঠিয়াছে যাহারা শ্রম সাধ্য কার্য্যে ব্যাপৃয়মান [illegible] হয়, তাহারাও শারীরিক বল বীর্য্যাদি[illegible] অর্জ্জন ও বর্দ্ধন চেষ্টায় পরাঙ্মুখ নহে[illegible] হিন্দুস্থানীয় দ্বারবানেরাই ইহার প্রমা[illegible]স্থল।

বঙ্গদেশে ইহার সম্পূর্ণ বৈপরীত্য ল[illegible]ক্ষিত হইতেছে। এদেশের কোন শ্রেণীর[illegible] প্রায় প্রকৃত রূপ শ্রমাভ্যাস নাই। এদেশের উচ্চ শ্রেণীর লোক ব্রাহ্মণ ও কায়স্থ[illegible] যাহাতে শারীরিক বল বীর্য্যাদির বৃদ্ধি হয় [illegible] তাঁহাদিগের তাদৃশ শ্রম সম্পর্ক নাই [illegible] অত্রত্য ব্রাহ্মণ জাতির জীবিকা যেরূপ সুলভ, তাঁহাদিগের যদা কদাচিৎ [illegible] অঙ্গচালনা হয়, তাহাই অদ্ভুত। এই জাতিকে স্বজীবিকার আহরণার্থ প্রয়াসবা[illegible] হইতে হয় না। অন্য অন্য শ্রেণীর উপরে ইহাঁদিগের জীবিকা অর্জ্জনের ভার। অন্য অন্য শ্রেণী ইহাঁদিগকে পৌরোহিত্য কার্য্যে বরণ করিয়াছেন। ইহাঁরা তাঁহাদিগের পরলোকপ্রয়োজন সাধন করিয়া দেন[illegible] তাঁহারাও তদ্বিনিময়ে ইহাঁদিগের ঐহিক প্রয়োজন সাধন করেন; পরস্পরের এ[illegible]রূপ একটী আদানপ্রদানবাধকতা ভাব হইয়াছে, [illegible]

[illegible] দেশীয় যে কেহ কোন কাজ করুন তাঁহাকে অবশ্যই কিঞ্চিৎ ব্রাহ্মণ [illegible] করিতে হইবে। উদৃশ সুলভ জীবিকা সত্ত্বে [illegible] .. [illegible] কার্য্যে হস্তক্ষেপের সম্ভাবনা কি? বঙ্গদেশের ব্রাহ্মণ বরং অনাহারে প্রাণ ত্যাগ করিবেন, তথাপি স্বহস্তে হল চালন করিবেন না। কেহ ব্রাহ্মণের হল চালন প্রসঙ্গ করিলে তাঁহারা সহস্র মুখ হইয়া শাস্ত্রজ্ঞতার পরিচয় দানে উৎসুক হন, কিন্তু তাঁহাদিগের অনুষ্ঠীয়মান শাস্ত্রনিষিদ্ধ অন্যবিধ ব্যবহার বিষয় প্রসঙ্গ হইলে মূক হইয়া থাকেন।

ইংরাজ সংসর্গ ও ইংরাজী বিদ্যার প্রভাব বলে দিন দিন হিন্দুধর্ম্মে লোকের অনাস্থা, ব্রাহ্মণদিগের সংখ্যা ও তাঁহাদিগের বিলাসিতার বৃদ্ধি হওয়াতে ব্রাহ্মণ জাতি শাস্ত্রপ্রতিষিদ্ধ আর একটী যে নূতন জীবিকা অবলম্বন করিয়াছেন, তাহাতেও বলবীর্য্যকর শ্রমের নাম গন্ধ নাই। সে জীবিকা চাকরী। তাহাতে দিন দিন বল বীর্য্যের ক্ষয় সম্ভাবনা বিনা বৃদ্ধি সম্ভাবনা নাই। কায়স্থদিগেরও চাকরী উপজীব্য। তাঁহারাও বলবীর্য্যকর শ্রমসাধ্য কার্য্যে হস্তক্ষেপ করেন না।

অন্য অন্য শ্রেণীর শারীরিক শ্রম অভ্যাস আছে বটে, কিন্তু বঙ্গদেশের ভূমি উর্ব্বর বলিয়া জীবিকা সুলভ হওয়াতে তাহাও যথোচিত নহে। বঙ্গদেশীয় কৃষকদিগের বিষয় পর্য্যালোচনা করিলেই আমাদিগের বক্তব্য পাঠকগণের হৃদয়ঙ্গম হইবে। প্রথমতঃ একদেশীয় কৃষিকার্য্যোপযোগী হল প্রভৃতি দ্রব্য জাত অতি সামান্য ও নিতান্ত লঘুভার। তাহার পরিচালনার্থ শ্রমের তাদৃশ আবশ্যকতা হয় না। ভূমি অল্প প্রযত্নেই প্রচুর শস্য প্রদান করে। যখন এরূপ সুবিধা রহিয়াছে, তখন কৃষকেরা আলস্যপর না হইবে কেন? আলস্যের অগ্নি ও শারীরিক [illegible] দিগের [illegible] এমন শক্ত বিশুদ্ধ থাকে না। মন্দক্ষুধ ব্যক্তির অধিক পরিমাণে দ্রব্য ভোজন সম্ভাবিত নয়। যাহার আহার অল্প, সে বলবীর্য্য না হইবে কেন? অল্পবীর্য্যের সাহস অল্প হওয়াও অনৈসর্গিক ও অসঙ্গত নহে। আমরা বিলক্ষণ পরীক্ষা করিয়া দেখিয়াছি, এই বাঙ্গলাদেশের যে যে স্থানের ভূমির কৃষি [illegible] অধিকতর আয়াসসাধ্য, সেই সেই স্থানের লোকেরা অপেক্ষাকৃত অধিক ভোজী ও অধিকবীর্য্য। এই বাঙ্গলাদেশের পূর্ব্ব ও পশ্চিম ভাগ দর্শন কর; পূর্ব্ব ভাগের অপেক্ষা পশ্চিম ভাগের লোকেরা বলবীর্য্যাদি বিষয়ে বিলক্ষণ প্রাধান্য লাভ করিয়াছে। তাহারা অধিক শ্রম করে, অধিক আহার করে, সুতরাং তাহাদিগের বীর্য্য বল ও সাহসাদি সকলই অধিক। শ্রম, আহার ও বল বীর্য্য সাহসাদি পরস্পরসাপেক্ষ। শ্রম অধিক থাকিলে ক্রমে সারবান দ্রব্য ভোজনের প্রবৃত্তিও প্রবর্দ্ধিত হইয়া উঠে।

উপরে যেরূপ প্রদর্শিত হইল, তদ্দ্বারা স্পষ্ট প্রমাণ হইতেছে, বঙ্গদেশের কৃষকাদি শ্রমজীবি লোকদিগের যথোচিত [illegible] না থাকাতে বল বীর্য্য সাহসাদি বিষয়ে ন্যূনতা জন্মিয়াছে। এতদ্ভিন্ন, প্রবলের কৃত অত্যাচার সহিষ্ণুতা ও চিরপরাধীনতা প্রভৃতি আর কয়েকটী এই ন্যূনতার কারণ আছে। কৃষকাদি [illegible] দিয়া চির পরাধীন হইয়া বরাবর প্রবল ব্যক্তিদিগের অত্যাচার সহ্য করিয়া আসিতেছে। সুতরাং তাহাদিগের ঈশ্বর দত্ত যে কিছু নৈসর্গিক সাহসাদি গুণ ছিল, তাহা উত্তেজনা প্রাপ্ত না হইয়া ক্রমে বিনাশ প্রাপ্ত হইয়াছে। যে যে সময়ে তাহাদিগের সাহসাদি গুণ উদ্বোধোন্মুখ হয়, প্রবলেরা অমনি ভ্রূকুটীরূপ জলসেচন করেন, তৎক্ষণাৎ তাহা নির্ব্বাণ হইয়া যায়। যেমন কোন ব্যক্তি কেহ একটী বৃক্ষ রোপণ করিয়া তাহার চতুর্দ্দিকে ভিত্তি নির্ম্মাণ ও উপরে ছাদ করিয়া দিয়া তাহা [illegible] করিয়া দেয়, সে বৃ[illegible] লেও কি আপনার [illegible] ছায়া আদি স্বভাবের [illegible] হইবে?

পাঠকগণ আমাদি[illegible] পাঠ করিয়া এরূপ ম[illegible] বঙ্গদেশের জলবায়ু [illegible] একথা বলা আমাদি[illegible] না আমাদিগের বক্তব্য [illegible] শ্রমশীল অধ্যবসায়[illegible] ন্যায় হইয়া সেই [illegible] রিয়া বঙ্গদেশকে উ[illegible] রিবার চেষ্টা পাই, তত [illegible] নাই। আমরা পরিত্যাগ [illegible] সেই চেষ্টা করাই কর্ত্তব্য।

৪৭

ভারতবর্ষের শিল্প ও বাণিজ্য [illegible]

অল্প দিন হইল মা[illegible] মেসেজারিস ইম্পিরিয়াল [illegible] নী। জাহাজ কোম্পানির বা[illegible] রত্ত দিবসে ফরাসী ব[illegible] কার্য্যকারক মসুর জোলুত ইণ্ডিয়া [illegible] দশ বৎসর পূর্ব্বে ফ্রান্সের যে [illegible] দিক্য ছিল, এক্ষণে তাহার দেড় গুণ [illegible] ধিক বৃদ্ধি হইয়াছে। ইউরোপ [illegible] রিক, ভারতবর্ষ বিশেষতঃ চীন[illegible] সা বণিকেরা ইংরাজ বণিকদি[illegible] কোন কোন স্থলে [illegible] রুকেছেন। [illegible] বৎসর পূর্ব্বে শিল্পের [illegible] অবস্থা ছিল, [illegible] এক্ষণে বস্ত্র ও চৌর প্রভৃতি বিষয়ে— বিলাস দ্রব্যের ত কথাই নাই, — ইংলণ্ডের সমকক্ষ না [illegible] বড় অধিক পশ্চাতে নহে। যে দেশে দশ বৎসর পূর্ব্বে [illegible] কোন [illegible] ছিল, তাহা [illegible] লৌহময় [illegible] সুশিক্ষিত [illegible] পরিশেষে [illegible] মানকারিস [illegible] স্পানিয়া [illegible] দর্শন [illegible]

...পানি এদেক ধাত্রি ... গাড়ি ও বাষ্পীয় ... ছিলেন। ১২৬১ ... ক্রোশ পর্য্যন্ত ... গ্রহণ করিয়া ইংলণ্ডীয় ... কোম্পানির তুল্যকক্ষ ... বিশ্রাম, শিল্প, বাণি... বিষয়েই প্রায় ... অগ্রসর হইয়াছেন ... ফিলিপের রাজত্ব ... করিয়া ফরাসী ইতিহাস ... তাঁহারা বর্ত্তমান ... অবশ্যই জিজ্ঞ... ইহার মূল কারণ ... নমাটিন প্রভৃতি ... প্রায় করিতে সমর্থ হন ... কাহার দ্বারা সম্পাদিত ... কোনও ইহার উত্তর দান ... সম্রাট তৃতীয় নেপোলিয়ন ... ফ্রান্সের এই অদ্ভুত ... করিয়াছেন। এখন ... [illegible] ... পালি... [illegible] ... সিদ্ধ... [illegible] ... ভারতবর্ষ ... গবর্ণমেণ্ট ... ইহার অর্দ্ধ ... হয় না কেন? ... আর্থ নব ... শিল্পে ... নিয়োগে প্রবৃত্তি ... রাজ্যের উন্নতি ... ভারতবর্ষে সে সকল ...

উপরে নির্ভর করিতেছে। আমরা নিজে ... প্রয়োজনোপযোগী অথবা ... দ্রব্য প্রস্তুত করিতে পারিতেছি ... গের ... ছিল, ... [illegible] ... চতুর্দ্দিকে মহাধূম ... ভারতবর্ষীয়দিগের হিতার্থ ... এ সকল মনে করিয়াছিলেন ... সকল শিল্প ... দেশীয়েরা ... শিখিতে পারেন না ... যে কোন বিষয় ... ভারতবর্ষীয়দিগের ... তাহার শিক্ষা কার্য্যে পটু অতি অল্প লোক আছে।

অনেকে এদেশীয়দিগের বাণিজ্যাদি কার্য্যে পরাঙ্মুখতার বিষয় উল্লেখ করিয়া আক্ষেপ করিয়া থাকেন এবং ইহার প্রমাণ স্বরূপ এই উদাহরণ প্রদর্শন করেন যে এদেশীয়েরা রেলওয়ে প্রভৃতির অংশ ক্রয় করিতে উন্মুখ হন না। ফ্রান্সে কি দ্বাদশ বর্ষ পূর্ব্বে এই রূপ অনাস্থা ছিল না? কিন্তু এ দেশে কি এক ফরাসী কোম্পানি সুইজের খাল খননে ... হন নাই? ইংরাজ জাতি এই কার্য্য ... অসাধ্য বিবেচনা করিয়াছিলেন। ...

... রেইলওয়ে ... এদেশীয়দিগের ... থাকে না। সকলেই জানেন ... দশ কোটি ... এই টাকার অধিকাংশ ... জোয়ারি ও বণিকদিগের নিকটে ... গবর্ণমেণ্ট যদি মূল ... উৎসাহ দেন, তাহা হইলে ... টাকার অভাব পড়ে না। ... কোটি টাকার বাণিজ্য ... ভারতবর্ষীয় বণিক ... কেবল বোম্বাইয়ে কয়েক জন ... বিদেশে বাণিজ্য করিতেছেন এই মাত্র। এতদ্ভিন্ন ভারতবর্ষের সমুদায় বণিককে দোকানদার ও সুদখোর বলিলেও ... ইউরোপীয় বণিকেরাই সমুদায় বাণিজ্য একচেটিয়া করিয়াছেন। ... গবর্ণমেণ্ট কবে যথার্থ উপায় অবলম্বন করিবেন? কবে ভারতবর্ষীয়েরা বিদেশীয় বাণিজ্যের প্রতি যত্নবান হইবেন? কবে আমরা বাঙ্গালি বণিকদিগকে জাহাজে করিয়া নানা দেশে বাণিজ্য করিতে দেখিব? যে শুভ দিনে ভারতবর্ষের নানা স্থান হইতে বস্ত্র ও লৌহ দ্রব্য প্রভৃতির কল হইতে ধূম বাহির হইবে, সে দিন ... কত দূর?

কেহ কেহ এস্থলে এই বলিয়া একটি আপত্তি উত্থাপন করিতে পারেন, জাত্যভিমান এদেশীয়দিগের যন্ত্রবিদ্যা শিল্প শিক্ষা ও বিদেশে বাণিজ্য কার্য্যের একটি মহান্ অন্তরায়। কিন্তু আমাদিগের নিকটে এ আপত্তি অখণ্ডনীয় বলিয়া প্রতীয়মান হইতেছে না। সাধারণে যত্নবান থাকিয়া শিক্ষা ও উৎসাহ প্রাপ্ত হইলে ইহাঁরা জাত্যভিমানকে তাদৃশ গুরুতর জ্ঞান করেন না। মেডিকাল কালেজের কোন ব্রাহ্মণ ছাত্র যবনজাতীয় শবচ্ছেদে পরাঙ্মুখ হইয়াছেন? কোন ব্যক্তি চাকরীর ...

[illegible] যদি না হইল, তবে [illegible] ও [illegible] স্পর্শে জাতি [illegible] বিনাশ হইবে বলিয়া [illegible] বিমুখ থাকিবেন।

— — —

ইনকম ট্যাক্স সহোদর।

[illegible] প্রভৃতির ভাড়া [illegible] নির্দ্ধারিত হইয়া কলিকাতা গেজেটে প্রচারিত হইয়াছে। [illegible] পুলিসের [illegible] সন্দেহ নাই [illegible]

[illegible] গাড়ী তিন শ্রেণিতে বিভক্ত [illegible] হইয়াছে। [illegible] ও [illegible] গাড়ী প্রথম শ্রেণিভুক্ত হইবে। উহার ভাড়ার নিয়ম [illegible] হয় নাই। এতদ্ভিন্ন আর সকল গাড়ী দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে বিভাজিত হইবে। দ্বিতীয় শ্রেণির ভাড়া প্রতি ঘণ্টায় বার আনা প্রতি ক্রোশে আট আনা। তৃতীয় শ্রেণির [illegible] প্রকার চারি আনা ও ছয় আনা নির্দ্ধারিত হইয়াছে। গাড়োয়ানদিগকে এক এক চাপরাস [illegible] হইবে, এবং প্রতি বৎসর ২ টাকা [illegible] ফি দিয়া রেজিষ্টর করিয়া লইতে হইবে, তাহার নিয়মের এক টি কপি গাড়ীর মধ্যে [illegible] হইবে। গাড়োয়ানদিগের কেহ যদি অবাধ্যতা প্রকাশ করে অথবা গালি দেয় তাহার নামে নালীশ করিবামাত্র দণ্ড হইবে। [illegible] বেহারাদিগের পাল্কীরও ভাড়া নির্দ্ধারিত হইয়াছে। তাহারা প্রতি তিন [illegible] ক্রোশে তিন আনা পাইবে।

গাড়োয়ান ও বেহারাদিগের ভাড়া যদ্যপি [illegible] ব্যবসায়, রাজবিধি দ্বারা, তাহা নির্দ্ধারিত [illegible] হইল, [illegible] তাইল প্রবৃত্তির মূল। [illegible] হয় না কেন? ভাড়া নির্দ্দিষ্ট হইলে [illegible] কতকগুলি লোকের সুবিধা হইবে, [illegible] নিরূপিত হইলেও [illegible] ভাইলগাওনা যায়, তাহা [illegible]

[illegible] এক্ষণে [illegible] এককালে অপরিবর্ত্তিত থাকিবে [illegible] সময়েও যেমন, [illegible] উচিত [illegible] প্রত্যেক [illegible] প্রতিবন্ধক [illegible] লিখিত [illegible] অপরাধ [illegible] হইবে [illegible] অত্যাচার হওয়া [illegible]

পুস্তক প্রাপ্তি।

আমরা [illegible] প্রভৃতি শিক্ষাবদ্ধ [illegible] দ্বিতীয়, [illegible] প্রণীত [illegible] আমরা কিছু [illegible] পাইলাম না। [illegible] প্রতিপোষণ করিয়া [illegible] প্রয়োজন করা বিধেয় হইতেছে না। [illegible] করিয়াছেন [illegible] উপস্থিত [illegible] তাৎপর্য্য বোধে সমর্থ হইলাম না। [illegible] ব্রাহ্ম ধর্ম্মের জীবন প্রাণ নহে।

— — —

প্রাপ্ত।

মফস্বলীদের দুরবস্থা।

সম্পাদক মহাশয়! [illegible] উত্তরপুর, ও চট্টগ্রাম প্রভৃতি স্থানের [illegible] রোপণ বন্ধ করিয়াছেন। [illegible] অবাকেশ্ [illegible] দুর্দ্দশা হইয়াছে মফস্বলীগণ প্রায় অধিকাংশই দরিদ্র। তাহারা [illegible] অধীন হইয়া [illegible] তাহাতে দারিদ্র্য ভিন্ন আর কি ফল ফলিতে পারে? মহাশয় বিবেচনা করুন, তাহারা [illegible] হইয়া, এবং [illegible] অত্যাচার সহ [illegible]

[illegible] কোন [illegible] অস্ত্র প্রয়োগে [illegible] উপায় প্রাপ্তি [illegible] এমত অবস্থায় [illegible]

[illegible] বটে কিন্তু [illegible] মাসের [illegible] হইত। গত [illegible] লবণের মূল্য [illegible] অধিক [illegible] অবস্থা অপেক্ষা [illegible] সকল [illegible] করিতে হইত, [illegible] পরিত্রাণ পাইত। [illegible] শিক্ষাদের বিষয় [illegible] হইতেছে একবারে [illegible] আরম্ভ করিল। [illegible] সুতরাং [illegible] প্রতিকার সম্ভব হইয়াছে, [illegible] কি হইবে কিছুই স্থির করিতে পারিতেছে না। [illegible] দেখিয়া [illegible] বন্ধ করিয়াছে, এবং [illegible] পূর্ব্ব প্রাপ্যের নিমিত্ত [illegible] না করিতেছে। এদিগে [illegible] কর্ম্মচারিগণ [illegible] করিয়াছে। ওদিগে তাহাদিগের পরিবার [illegible] অন্নাভাবে [illegible] দীন হীন মফস্বলীরা এখন কোন দিক [illegible] করে। বিদেশবস্তুর [illegible] না হইয়াছে সুতরাং [illegible] লাভ হওয়া [illegible] কি না, [illegible] অত্যাচারিদিগের সুবিধা [illegible] রক্ষা পাইবে [illegible] একদায় ভাবিয়া, দেখুন [illegible] কেমন সঙ্কটে পড়িয়াছে।

... হইয়া ...
... দেখিতেছে। রাজপুরুষেরা যদি প্রথমাবধি এই দুর্ভাগাদিগের ... করিতেন, তাহা হইলে কি ইহা ... হইত, তাঁহারা যদি ... দেখিয়া ... নিয়োগ করিতেন ... কি ... আর যদি ... তাহা হইলে কি ... ও ...

... বিবেচনা সকল।

... রক্ষা পায় এরূপ উপায় অবলম্বন করা ... আমার সামান্য বুদ্ধিতে তাঁহাদের ... পরিত্রাণের একমাত্র উপায় দুই হইতেছে। ... রাজপুরুষেরা ... এবং ... রাস্তা ... এবং ... আর ... ইহা হইলে ... নাই। ... ক্ষতি হইবে না। ... হইলে ... উর্বরা হইবেক, ... ঐ সকল ভূমির বিক্রয় না ... বন্দোবস্ত করিলে অনেক লাভ করিতে পারিবেন।

বিবিধ সংবাদ।

... সোমবার

... ব্যক্তি ... এক ব্যক্তি ... কিছু দি ... করেন। ... লিখিত ...

কথা ভাল বটে, পত্র ... করিয়া ... না ... সংবাদের পত্র ... করিয়া ... করিয়াছেন। সকল ... না। পত্র প্রেরক ... কি কারি ...

... দেওয়া ... পত্র প্রেরক কি ...

... পূর্বে ... টাকার ... টাকার ... হইয়াছে। ...

গ্রীসদেশে ... কারণে ... হইয়াছে। ... দ্বীপে গমন করিলে পর কয়েক জন ... শাসন ভার লইয়া ... পরিত্যাগ করিয়া ... পলায়ন করিয়াছেন। ... প্রকৃত প্রস্তাবে রাজ্য শাসন করিয়াছিলেন বটে কিন্তু তিনি ... রাজ্য বৃদ্ধি করিবার চেষ্টা পান নাই। যদি ... জীবিত থাকিতেন গ্রীসদেশের সিংহাসন ... হইতেন সন্দেহ নাই।

... পারিসে ... হইয়াছে ... অবলম্বন করিয়াছেন। তাঁহার মাতা ... শেষ কালে ... গ্রহণ করিয়াছিলেন। ... স্ত্রীলোকেরা প্রায় ...

দক্ষিণ ... একটি ... লিখিয়াছেন, ... লক্ষ ...

তাঁহার বাটীতে থাকিতেন ... তিনি ... আমেরিকার ... করিয়া ... প্রাণত্যাগ করিলেন, ... হইয়াছে, এক জন চিকিৎসক ... পীড়ায় ... প্রার্থী হন ... সম্মত না হওয়াতে চিকিৎসক তাহা ... অচেতন করিয়া ... চরিতার্থ করে। তাহাতেই তাহার ... সে নিরপরাধ উক্ত ... তাঁহাকে ... করিয়া ... রাখে। ... হইয়া ... করিয়াছে। ...

১৮ই জ্যৈষ্ঠ মঙ্গলবার।

... সংবাদ ... আপন ভৃত্যদিগের প্রতি অত্যাচার ... রাতে তাঁহারা সকলে তাঁহাকে ... করিয়াছে। এতদ্দেশীয় ভৃত্যের ... আছেই, লণ্ডনের ভৃত্যদিগের জন্য একটী ... আইন করিতে হইবে না কি ?

টাইম্‌স অব ইণ্ডিয়া বলেন ... নগরে ভূমিকম্প হইয়া গিয়াছে।

সিন্ধুদেশীয় একজন মহারাষ্ট্রীয় ... আদায় করিবার এক নূতন উপায় ... করিয়াছেন। এক ব্যক্তি তাঁহার নিকটে ... ছিলেন। তাঁহার নিকটে ... আদায় না হওয়াতে মহারাষ্ট্রীয় ... পত্রে এক ... দিয়া টাকা চাহেন ... আপন ...

... বিখ্যাত ... পুত্র ... ১৬ লক্ষ টাকা ... আমরা ... করিলেন না। ...

[illegible]

[illegible] ... অনেক [illegible] হইয়াছেন।

[illegible] টাকা দিয়াছেন।

[illegible] প্রধানতম বিচারা- লয়ের এক [illegible] গমন করিয়া- ছিলেন। বাষ্পীয় শকটে কয়েক ব্যক্তি চুরুট খাইতেছিলেন। বিচারপতি তাঁহাদিগকে ভদ্রতা পূর্ব্বক বলিলেন মুখে তাঁহার কাঁকা হয়, অতএব আপনারা চুরুট ত্যাগ করুন। এক ব্যক্তি কথা রক্ষা করিলেন, কিন্তু আর সকলে করিলেন না। ষ্টেসনে পঁহুছিয়া জজ তাঁহাদিগকে পুলিসের হস্তে সমর্পণ করিলেন প্রত্যেকের ৫০ টাকা করিয়া জরিমানা হইয়া- ছে। অনেকে বাষ্পীয় শকটে ধূমপান করিবার নিয়ম [illegible] করিয়া থাকেন।

১৯এ অগ্রহায়ণ বুধবার।

ভারত বর্ষীয় রেইলওয়ে কোম্পানি কাশী- জি বাষ্পীয় জাহাজ ক্রয় করিয়াছেন। এই জাহাজে উত্তর পশ্চিমাঞ্চলে রেইলওয়ের দ্র- ব্যাদি যাইবে।

রণতরির অধ্যক্ষ [illegible] কলিকাতায় উপস্থিত হইয়াছেন।

[illegible] আহ্লাদিত হইন। গবর্ণমেণ্ট ৩৫৭০ নূতন ইউরোপীয় সৈনিককে চুঁচড়া হইতে দিনাজ [illegible] যাইতে আজ্ঞা দিয়াছেন। হুগলীতে সৈন্যেরা অত্যন্ত অ- ত্যাচার করে। তাহারা বাঙ্গালীর নারী অ- পেক্ষা [illegible] অধিক ভয় করিবে সন্দেহ নাই।

টাইম্‌স অব ইণ্ডিয়া কলিকাতা ও বোম্বা- ইয়ের বাণিজ্যের নিম্নলিখিত হিসাব প্রকাশি- ত করিয়াছেন। বোম্বাইয়ের প্রাধান্য দেখা যাইতেছে।—

কলিকাতা   বোম্বাই

৩৩,৭০৫৭,৬৬৩   [illegible]

বোম্বাইয়ের [illegible] টাকা আ- [illegible] এতশ্রেণীর [illegible] না করিলে বোম্বাই [illegible] প্রধান হইবে সন্দেহ [illegible] বর্ত্তমান বর্ষে বোম্বা- [illegible] আর [illegible] থাকে।

[illegible] সাহেব উত্তর পশ্চিমাঞ্চলের [illegible] গবর্ণর গমন করিলে তত্রত্য বো- র্ডে [illegible] সাহেব তদীয় পদে ও পঞ্জাবের বিচার কার্য্য সংস্কার কমিসনর কষ্ট সাহেব বোর্ডে নিযুক্ত হইবেন। মুইর সাহেব উপ- যুক্ত লোক সন্দেহ নাই, কিন্তু হারিংটন সা- হেব সাধারণের [illegible] মোনীত

২০এ অগ্রহায়ণ বৃহস্পতিবার।

বোম্বাইয়ের ব্যবস্থাপক সভা তত্রত্য ও করাচির ছোট আদালতের ক্ষমতা বৃদ্ধি করি- বার যে আইন করেন, তাহা গবর্ণর জেনর- লের অনুমোদিত হয় নাই। ৫০০ টাকার উ- পর ছোট আ[illegible]দালতের ক্ষমতা দিতে হইলে আপীলের নিয়ম করা [illegible]ব্য।

এবার মা[illegible]রিসসে [illegible] চিনি হইয়াছে। গত বর্ষে ৫০,০০০ [illegible] এবার ৮০,০০০ টন হইয়াছে।

বারাগাবাকারর রাজা দ্বিতীয় রাদামার অভিষেক কার্য্য শেষ হইয়াছে। অনেক ইং- রাজ ও ফরাসী প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন। রাজা ইউরোপীয় উপনিবেশকারি দিগকে ভূমি প্রদান করিয়াছেন, কিন্তু কাহা- কেও বিশেষ স্বত্ব প্রদান করেন নাই। বাণি- জ্য দ্রব্যে শুল্ক লওয়া তাঁহার অভিপ্রেত নয়। "শ্রীরক্ষিকারি" মহাত্মা বীডন সাহেব এতদ্বিষয়ে ইহা দেখা কার্য্য করুন।

মান্দ্রাজ গবর্ণমেণ্ট তত্রত্য ডিষ্ট্রিক্টদিগের কমিসনরদিগকে লোক সংখ্যা করিবার আজ্ঞা দিয়াছেন। ভারতবর্ষের লোকসংখ্যাটি নি- শ্চিত রূপে করা হয় না। এবিষয়ের নিমিত্ত এক জন সেনসস নিযুক্ত করা উচিত।

এক জন ইঞ্জিনিয়র [illegible] করা ভয় করিয়াছেন। আমরা [illegible] কহিতেছি নূতন কার্য্য সম্বোধিত মাত্র [illegible] রাজদিগের যেন [illegible] তাঁহারা [illegible] [illegible] ব্যাপিক

[illegible]

[illegible] সাহেব ইইছুক [illegible]

[illegible] লোক [illegible]

বিদেশীয়দিগের সহিত [illegible] হীদিগের [illegible]। [illegible] সাহেব [illegible] রহিয়াছে। যে [illegible] করিতে [illegible] হইয়া [illegible] হইয়াছে।

[illegible] সকলে [illegible]

যে সকল [illegible] গ্রাম [illegible] রা [illegible] কোম্পানি করিয়া [illegible] গবর্ণমেণ্ট অনেক [illegible] ক্রয় করিয়াছেন অতএব [illegible] অনুসরণ করা।

ভারতবর্ষ [illegible] আজ্ঞা করিয়াছেন [illegible] যুক্ত হইবেন, তাঁহারা [illegible] মধ্যে ভূমি ক্রয় করিতে পারিবেন না। [illegible] চারিয়া যে স্থানে থাকেন, সেখানকার [illegible] ক্রয় করা তাঁহাদিগের [illegible] হইয়াছে যে [illegible] ইয় করিতে হইতেছে।

ঢাকা নিউস বলেন [illegible] সেনাদল অবস্থিতার [illegible] হইবে। [illegible] আসাম।

নিম্ন লিখিত বৃত্তান্ত [illegible] হইতে গৃহীত হইল।—

গাজিপুরের জজ [illegible] এক ব্য- ক্তির [illegible] টাকা জরি- মানা করিয়াছেন। [illegible] পদস্থ [illegible] আইন ও আদালতের নিয়মে পরাধীন হইবেন, তাহা হইলে তাঁহার ক্ষমতা কি থাকিবে?

আমাদের অতঃপাতি নদীতে [illegible] আসিয়া একটি যুবতী [illegible] সেবন করাইয়া [illegible] পলায়ন করিয়া এক [illegible]

পথে দুই ব্যক্তি তাহাদিগের হস্ত হইতে ঐ স্ত্রীলোকটীকে উদ্ধার করিতে গিয়া হত হইয়াছে। তত্রত্য ডেপুটি কমিসনর কৌশলে না রেব কতকগুলি সিপাহী লইয়া তাহাদিগকে বেষ্টন করেন। তাহারা প্রতিবন্ধকতা করাতে তিন ব্যক্তি সিপাহীদিগের দ্বারা হত হইয়াছে। আর দুই ব্যক্তি ও তাহাদিগের সহচ[illegible] এক স্ত্রীলোক ধৃত ও রুদ্ধ হইয়াছে।

নিম্ন লিখিত ছাত্রেরা বিশ্ববিদ্যাল[illegible] প্রবেশিকা পরীক্ষা দিতেছে।—

হিন্দু ·········	১০২৪
মুসলমান ······	৩১
খৃষ্টীয়ান ······	০২৫
মোট ········	১১[illegible]

এতদ্ভিন্ন ২২০ জন ছাত্র বি, [illegible] পরীক্ষা দিতেছে।

উক্ত পত্র আরও ব[illegible] ফেব্রুয়ারি মাসে সিবিল ইঞ্জিনিয়ারিং ক[illegible] উপস্থিত হইবে বর্ত্তি[illegible] হইয়া [illegible] অত্যন্ত [illegible] গবর্ণমেণ্ট এখিকে [illegible] কলেজের [illegible] ঐ

রুড়কি কালেজে, অত্যল্প মাত্র ছাত্রকে প্রশংসা পত্র দেওয়া হইয়াছে, কারণ গবর্ণমেণ্ট সকলকে কর্ম দিতে পারেন না।

উক্ত পত্রের লণ্ডনস্থ সংবাদদাতা (মার্সমান সাহেব) লিখিয়াছেন ইংলণ্ডে জনরব উঠিয়াছে গবর্ণর জেনরল যাবতীয় ইউরোপীয় বণিকের আয় ব্যয়ের এক হিসাব চাহিয়াছেন। তাহা দর্শন করিয়া ইনকম টাক্স নির্দ্ধারিত করা তাঁহার অভিপ্রেত। আমাদিগের স্পষ্ট বোধ হইতেছে এ জনরব অলীক। আলেসরেরা কি কিছু বাকী রাখিয়াছেন?

[illegible] রাজ্যাধিকারীর লেঙ সাহেবকে যে অভিযোগ [illegible] দেন, তিনি তাহার উত্তর দিয়াছেন। লেঙ সাহেব ইহাতেও সর চারলস উডের [illegible] আপন ইবরি ভাবের প[illegible] দিয়াছেন। [illegible] তাঁহার প্রদত্ত উত্তরের প্রতি [illegible] প্রকাশ পাইতেছে। তিনি [illegible] সর চারলস উডের কমতার [illegible] করিতে বলিয়া লিখিয়াছেন "[illegible] চারলস উড) এক [illegible] হিতকর কার্য্য করিলেন [illegible], [illegible] কোন ব্যক্তি বলিতে পারেন [illegible] তিনি অত্যাচার করিবেন না"। [illegible] গবর্ণর জেনরল সবিশেষ স্বাধীনতা [illegible] যে ঐ রূপ যথেচ্ছিক অত্যাচার [illegible] তাহার প্রমাণ দি[illegible]

[illegible] অগ্রহায়ণ শুক্রবার।

[illegible] বলেন, অযোধ্যার ভূতপূর্ব্ব নবাব গবর্ণর জেনরলের নিকটে আপনার অ[illegible] অসঙ্গতি জানাইয়া সেই আবেদন ইংলণ্ডেশ্বরীর নিকট প্রেরণ করিবার অনুরোধ করিয়াছেন। নবাব ইনকম টাক্স হইতে মুক্তি [illegible] এবং অপ্রাপ্ত পেন্‌সন [illegible] আবেদন করিয়াছে[illegible] রাজা পদচ্যুত [illegible] তাঁহাদিগের মধ্যে এই হতভাগ্য নবাবের অত্যন্ত অল্পবয়েস, যে ব্যক্তি এতদূর ইন্দ্রিয় পরবশ, তাঁহার কি কখ[illegible] অসঙ্গতি দূর হইতে পারে?

কয়েক জন মিস[illegible] কাশ্মীরে আ[illegible] করিতেছেন। রাজা রণবীর সিংহ তাঁহাদিগকে অনুমতি দি[illegible]

জমীদার দিগে[illegible] চার ক্রমে নিয় শ্রেণীর উৎসাহ ও [illegible] হইতেছে। সম্পত্তি বোর্ড ও [illegible], জমীদারদিগের বিরুদ্ধে অভিযোগ করিয়াছে। ক্রমক বৃদ্ধ হইতেছে। বর্দ্ধমানের জমীদার ও মীরা অতিশয় ইন্দ্রিয় পরবশ সুতরাং অসহ অত্যাচার হওয়া অসম্ভাবিত নয়।

হিন্দু বলেন, সর চারলস উড বাবু অনুকূল বন্দ্যোপাধ্যায়ের কারারোধের বিষয়ে এক পত্র লিখিয়া বলিয়াছেন, প্রিবি কৌন্সিল তাঁহার অন্যায় দণ্ড হইয়াছে বুঝিতে পারিয়াছেন কিন্তু এরূপ মকদ্দমার পুনর্ব্বিচারে তাহা দূরীকৃত হওয়া বাহুল্য হইবে বলিয়া আপীল গ্রাহ্য করেন নাই। ফলতঃ অনুকূল বাবু শীঘ্র মুক্ত হইবেন।

উক্ত পত্র আরও প্রবণ করিয়াছেন, [illegible] রায়া ক্রমশঃ শান্ত ভাব অবলম্বন করিতেছে। সুব্যবহার শান্তির কারণ।

২২এ অগ্রহায়ণ শনিবার।

শুনা যাইতেছে, ১৫ ই ডিসেম্বর কাশী পর্য্যন্ত রেইলওয়ে [illegible] তাহা আপাততঃ [illegible]

[illegible] গায় আছে ও [illegible] সম্ভা হইবে। [illegible] কুমার [illegible] এই [illegible] যে [illegible] [illegible] এখন পুরাতন [illegible] আমার [illegible] বা [illegible] সম্পত্তি উক্ত [illegible] প্রতিষ্ঠিত করিয়াছে, এবং [illegible] স্থির হইয়াছে। [illegible] এ বাইপুর [illegible] তাহা [illegible] পারে।

[illegible] পত্র জন্য অবধি প্রধানসদর বিচারালয়ের বিচার আরম্ভ হইয়াছে। সর [illegible] বিচারপতি। এবার পূর্ব্বপত্র [illegible] বিচার হইবে।

হিন্দুক বলেন ইংলণ্ডে জনরব উঠিয়াছে লার্ড এলগিন পীড়াবশতঃ স্বীয় পদ ত্যাগ করিবেন। আর বিলের ডিউক এই পদে নিযুক্ত হইবেন। গবর্ণর জেনরল কয়েক মাসাবধি পীড়িত আছেন। ডুণ্ডের [illegible] বলিতে হইবে।

*কোম্পানির—শ, টা[illegible] ২২ [illegible]
টু [illegible]—শ, টা—৮৯৬৮/ [illegible]
৪ কোং টা—৯৪০—অবধি—৯৪।/০ পর্য্যন্ত
৫ কোং টা—১০৪।০—অবধি—১০[illegible] পর্য্যন্ত
৫।। কো. টা—১১১৷৮/০—অবধি—১১[illegible] পর্য্যন্ত

ভারতবর্ষীয়ব্যবস্থাপক সমাজ।

১৯ এ অগ্রহা[illegible] [illegible]বার।

সভার কার্য্য প্রণালীর বিষয়ে সিলেক্ট কমিটি যে রিপোর্ট করিয়াছেন সভাপতি তাহা [illegible] তার অর্পণ করিলেন। ১৮৬১ অব্দের ১১ আইন সংশোধন বিষয়ক বিলের সিলেক্ট কমিটি যে রিপোর্ট করিয়াছেন হারিংটন সাহেব তাহা [illegible] অর্পণ করিলেন। তিনি আর‍ও দেওয়ানী মো[illegible] [illegible] করিবার বিল সভায় [illegible] করিলেন।

সিলেক্ট কমিটি আট সপ্তাহের মধ্যে এ[illegible] রিপোর্ট করিবেন।

[illegible]

শ্রীরামপুরের [illegible] চুরি করা। [illegible] চোরের [illegible] সমস্ত দ্রব্য [illegible] উক্ত দ্রব্য [illegible] ধৃত হইয়া [illegible] আনীত হইয়াছে। চোরের নাম দ্বারকানাথ [illegible] তাহার নিকটবর্ত্তী [illegible] বাস করে। চোর ভদ্রবংশজ এবং কিঞ্চিৎ ইংরাজীও অধ্যয়ন করিয়াছিল। পুলিস কর্ত্তৃক চোরের খানাতল্লাসী হয়, তাহাতে উক্ত চুরির দ্রব্য ব্যতীত আরো অন্যান্য বহুবিধ চুরির মাল বাহির হইয়াছে। মৃত্যুঞ্জয় মুন্সীর বাটীর হুকার নল প্রভৃতি ও কলেজের ছাত্রদিগের উক্ত চোরের নিকট প্রাপ্ত হওয়া গিয়াছে। এ ব্যক্তি সামান্য চোর নহে, কলিকাতা, মুরশীদাবাদ ও রাণাঘাট প্রভৃতি স্থানেও চুরি করিয়াছে। চোরের খানাতল্লাসীতে তাহার একখানি ক্ষুদ্র খাতাবহি বাহির হইয়াছে, ঐখানি মিমোরেণ্ডম বুক, অর্থাৎ স্মরণার্থ বহি। সে যেখানে যেখানে চুরি করিয়া যাহা যাহা হস্তগত করিয়াছে, তারিখ সহিত তাহা উক্ত বহিতে ইংরাজী ভাষায় লিখিত আছে। বহির লিখনা [illegible] সকল বিষয় অনুমান করিয়াছে। পাঠকগণ অনেক চুরির বৃত্তান্ত শুনিয়াছেন, কিন্তু এমন একটী সুশিক্ষিত চোরের কথা কখনও শুনিতে পান নাই, অতএব পাঠকগণ! আপনাদিগের কৌতুক বিনোদন নিমিত্ত আমরা দ্বারকানাথের মিমোরেণ্ডমের অবিকল অনুবাদ নিম্নে প্রকাশ করিলাম।

১। জুলাই মাস ১৮৬২। মনোহরা বেলা [illegible] নবাবপুর সোণা ১। ভরি ১৭॥০
নগদ ১২

২। আগষ্ট মাস। ঢাকাকলেজের বাহিরে [illegible] ১৬॥০

৩। আগষ্ট মাস। ঢাকা দেওয়ানী আদালতের সেরেস্তাদার মৃত্যুঞ্জয় মুন্সীর বাসা হইতে [illegible] ২০
[illegible] ইত্যাদি ১২

৪। সেপ্টেম্বর মাস। জেলা মুরশীদাবাদ [illegible] নিকট হইতে নগদ ৪০
[illegible] ৪০

৫। কলিকাতা, সেপ্টেম্বর মাস। রামমোহন চট্টোপাধ্যায়ের নগদ টাকা ১৫
[illegible] ৫

৬। ঢাকা চকের নিকটস্থ (মানচিত্র [illegible]) [illegible] ২। ২। ভরি ৪০

৭। কলিকাতা [illegible] এক কাপড় বিক্রেতার [illegible] ৭ [illegible] ২
[illegible] ১ জোড় ৩/০
[illegible] ১ জোড়া ৩৸৶
[illegible] ১ জো ৩

মসলন্দ [illegible]

৮। ঢাকা কলেজের চুরি—ত্রিটন ইং [illegible] ১ খান ৪৫
[illegible] ২০ টা ১০
কার্পেট ১ টা ৶০
বড় একখান ডিক্সনারি ৮
[illegible] ।০
[illegible] একটী ১৷০
[illegible] ১ খান ।০

৯। রাণাঘাট বেণীমাধব দে চৌধুরীর ওয়াকর্ ডিক্সনারি ১ খান ৬
শাটিনের কোট ১ টা ১
পূর্ব্বের চুরি করা ৯

১০। ঢাকার চকের নিকট একজন মুসলমান ভাইশির সোণার শিকি একটী ৮
নগদ ৭।০
রূপার বস্তু ৫৪৷০
[illegible] বাক্স ২৷০

মোট ২৭২৷০

ইহাতে বোধ হয়, দ্বারকানাথ স্কুল ছাড়িয়াই চৌর্য্যবৃত্তি আরম্ভ করিয়াছে, কিন্তু অতি অল্পদিনের মধ্যে ধরা পড়িয়াছে। আমরা নিশ্চয় বলিতে পারি যদি দাশীরাম পালের বস্তুকে হস্তার্পণ না করিত, এবং অত্রত্য দারোগা বাবু যদি প্রাণপণ চেষ্টা না করিতেন তাহা হইলে দ্বারকানাথ অনায়াসে এড়াইয়া যাইতে পারিত। দ্বারকানাথের বয়ঃক্রম এক্ষণে ২০ বৎসরের অধিক হইবে না, উহার সঙ্গী অন্যান্য প্রধান প্রধান চোরকেও কোতয়ালীর দারোগা মহাশয় বিবিধ চেষ্টা করিয়া ধরিয়াছেন। ঐ সকল চোরকে ধরিবার জন্য দারোগা বাবু যে সকল সুকৌশল অবলম্বন করিয়াছিলেন, তাহা শুনিয়া আমরা তাঁহাকে সাধুবাদ প্রদান করিলাম।

৪৭

ইউরোপীয় সমাচার।

লণ্ডন ৩রা নবেম্বর। মাকিলন অগ্রসর হইতে পারেন নাই। তাঁহাকে সেনাপতিত্ব হইতে বহিষ্কৃত করিবার বিষয় লইয়া বড় গোলযোগ হইতেছে। গবর্ণমেণ্ট বলপূর্ব্বক সেনা সংগ্রহ চেষ্টা করাতে সকলে এতিবিরক্ত হইয়াছেন। কিন্তু সেনাহারা ইহার নিবারণ করা হইতেছে। বারজিনিয়ায় এক দাসদিগের বিদ্রোহ হইবার আশঙ্কা হইয়াছে। ফ্রান্স, ইংলণ্ড, ও রুসীয়া গ্রীসের বিষয়ে হস্তার্পণ করিবেন না পণ করিয়াছেন। পদচ্যুত রাজাও রাজ্ঞী বিনিসিতে উপস্থিত হইয়াছেন। বিনিসে এক অদ্ভুত বিষয় প্রকাশিত হইয়াছে। ১৭ জন চিকিৎসক গারিবল্ডির শরীরের অবস্থার বিষয় বিবেচনা করিয়া তাঁহার আরোগ্য লাভ নিশ্চয় করিয়াছেন। ইংলণ্ডীয় ব্যাঙ্কের নোটের কাগজ চুরি ও জাল [illegible] হইয়াছে। [illegible] দৃঢ় [illegible] ফ্রান্সের [illegible] বলা পরে [illegible] প্রতিনিধি [illegible] সেনার জন্য অত্যন্ত অধিক [illegible] এর আমেরিকার দক্ষিণ বিভাগ [illegible] হওয়া হইয়াছে। তাহাকে [illegible] রাজ ব্যক্তি [illegible] নায়ক দুর্গজয় করিয়াছেন। [illegible] যে কথা সেইণ্ট [illegible] কোর্টে এবং [illegible] হইয়াছে। অনেক [illegible] মোহিত হইয়াছেন। [illegible] হইতে আসিতেছে যাইতেছেন এবং [illegible] বারলিনে যাইতেছেন। [illegible] টন বিটমিনে [illegible] হইয়াছেন। [illegible] সকল যজ্ঞের পদ পাইবেন। [illegible] সাধক যে স্ত্রীলোকের [illegible] রাখে ফাঁসী হইবার অনুমতি হয়, তাহার [illegible] কিছু দিনের জন্য স্থগিত হইয়াছে।

[illegible] ডিউক, লাড [illegible] নামক উপাধি ও চিহ্ন পাইবেন। [illegible] ব্যাঙ্কের অধ্যক্ষ ১২ লক্ষ টাকা [illegible] অপরাধে ধৃত হইয়াছেন।

নিউইয়র্কের বণিক সম্প্রদায় [illegible] আলবামার অধ্যক্ষের [illegible] করিয়াছেন। এই জাহাজ দ্বারা উত্তর বিভাগের অনেক জাহাজ বিনষ্ট হইয়াছে এবং [illegible] বলেন ইংরাজ কর্ম্মচারিরা [illegible] সাহায্য করেন। গবর্ণমেণ্ট [illegible] নায়ক সেনাদল [illegible] অগ্রসর হইয়াছে [illegible] ও ইংর্ক চোরের [illegible] গেছে।

মসিং [illegible] বলেন, কনিষ্ঠ গবর্ণমেণ্ট [illegible] ফরাসী গবর্ণমেণ্টের [illegible] আমেরিকার যুদ্ধে মধ্যস্থতা স্বীকারে [illegible] ইংলণ্ডেশ্বরী সর চার্লস [illegible] অনুমোদন করিয়াছেন।

লণ্ডন ১২ই নবেম্বর।

[illegible] লাঙ্কেশায়ারের দুর্ভিক্ষ বিষয়ে [illegible] কোট প্রকাশ করিয়াছেন এবং কহিয়াছেন আমেরিকার যুদ্ধ শীঘ্র শেষ হইবার সম্ভাবনা নাই।

[illegible] কহেন, ইংলণ্ড ফ্রান্সের প্রস্তাব অগ্রাহ্য করিয়া আমেরিকার যুদ্ধে হস্তক্ষেপ করিবেন না।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গলা দেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

১৩ই নবেম্বর—শাহাবাদের প্রতিনিধি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর [illegible] সাহেব কিছু দিনের জন্য সাসারাম সবডিবিজনের ভার পাইবেন।

১৩ই নবেম্বর—ডবলিউ, জে, আলেন্ সাহে-
১৮৫০ অব্দের ৩২ আইন অনুসারে কলিকা-
তার এক জন বিশেষ কমিসনর হইবেন।

ই, জে, সটন ওয়ার্ড সাহেব বাঁকুড়ার সাধা-
রণ বিদ্যাশিক্ষা কমিটির এক জন সভ্য হইবেন।

নিম্ন লিখিত ব্যক্তিরা বঙ্গদেশীয় ব্যবস্থা-
পক সভার ১৮৬২ অব্দের ৬ আইনের ১০৪
ধারানুসারে ক্ষমতা পাইবেন—

বাবু নবীনচন্দ্র ঘোষ। বারাং, ঢাকা।

বাবু রাধাকুমার পাল চৌধুরি। বাজিতপুর
ময়মনসিংহ।

একতৃতীয় শ্রেণীর চিকিৎসক সারদাপ্রসাদ গুপ্ত
শ্রীহট্টের দাতব্য চিকিৎসালয়ের ভার প্রাপ্ত
হইবেন।

একতৃতীয় শ্রেণীর চিকিৎসক শীতল সিংহ নবগ্রা-
মের দাতব্য চিকিৎসালয়ের ভার প্রাপ্ত হই-
বেন।

১৫ই নবেম্বর—এচ,আর মাক্ডল সাহেব
মেদনীপুরের প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর
হইবেন।

জি,ই, রেবেন্স সাহেব সাহাবাদের জাইন্ট
মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন; কিন্তু
যত দিন মেজর বিবর না আইসেন তত দিন স-
ন্থাল পরগনার সীমার একেন্সীর ভার প্রাপ্ত হই
বেন।

এ,বি, কক্স সাহেব ঢাকার প্রতিনিধি জাই-
ন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

জি এ, হমফ্রি সাহেব চট্টগ্রামের সাধারণ
বিদ্যাশিক্ষা কমিটির সেক্রেটারি হইবেন।

আসামের নিম্নলিখিত কর্মচারীরা ১৮৫৪
অব্দের ১০ আইনের ১ ধারানুসারে ক্ষমতা পা-
ইবেন।

সহকারী কমিসনর

লেপ্টনান্ট ই,এ, কাম্বেল গোয়ালপাড়া।

লেপ্টনান্ট ডবলিউ, সি,এস, ক্লার্ক নবগ্রা-
ম। এ,এল ফিলিপস তুরং।

জে,গ্রিগরি—শিবসাগর।

এল,কইস—ডিব্রুগড়।

অতিরিক্ত সহকারী কমিসনর বাবু গুণাভি
রাম বড়ুয়া গোয়ালপাড়া।

অতিরিক্ত সহকারী কমিসনর এচ, জোন্স
সাহেব শিবসাগর

শিলচরপুরের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি
কালেক্টর বাবু প্যারীচরণ সাধ ফৌজদারি আই-
নের ৩৮ ধারানুসারের সেশিয়নে সমর্পণ করিবা
র মোকদ্দমার প্রথম বিচার করিতে পারিবেন।

৭ই নবেম্বর—জে,পি, গ্রান্ট সাহেব লবণের
চৌকির প্রতিনিধি কন্ট্রোলার হইয়া ১৮৩৮
অব্দের ১৯ আইনের ৩৩ ধারানুসারে ক্ষমতা
পাইবেন। ছোটনাগপুরের সহকারী কমিসনর
লেপ্টনান্ট আর,সি, বনি পালামাউ বিভা-
গের ভারপ্রাপ্ত মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা
পাইবেন।

লেপ্টনান্ট ই এ, ফিলিপস ছোটনাগপু-
রের একজন সহকারী কমিসনর হইবেন।

প্রেরিত

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয় সমীপেষু।

এত দিনের পর আমাদের গ্রামের উত্তরো-
ত্তর শ্রীবৃদ্ধি ও উন্নতি সাধন হইবেক তাহার
পূর্ব্বলক্ষণ দর্শিত হইতেছে. যথা কিয়দ্দিন গত
হইল আমি মহাশয়ের পত্রিকায় লিখিয়াছিলাম
যে এখানকার চৌকিদারেরা প্রায় চৌকিতে
আইসে না, কিন্তু পুলিষ আসিষ্টেন্ট সুপারিন্
টেণ্ডান্ট রেজ সাহেবের শুভাগমনাবধি এখা-
নকার চৌকিদারেরা ও অন্যান্য পুলিষ সংক্রান্ত
কর্ম্মচারীরা স্বীয় স্বীয় কার্য্য সকল সুচারুরূপে
সম্পন্ন করিতেছেন।

কিছু দিন গত হইল মাজিষ্ট্রেট বগ সাহেব
এখানে আসিয়াছিলেন, এবং আসিয়া এখান-
কার ডাকঘরের দুরবস্থা অবগত হ-
ইয়া অতিশয় ক্ষোভ প্রকাশ পূর্ব্বক তৎসম্ব-
ন্ধার্থে এক সভা করিয়া এবং আপনিই ঐ সভার
সভাপতি হইয়া যদ্দ্বারায় শীঘ্র ডাকঘরখানার
খরচ পত্র সুচারুরূপে চলে তাহার বিশেষ রূপ
উপায় করিয়া গিয়াছেন।

এখানকার রাস্তা ঘাটের যে কি অবস্থা,
এবং বর্ষাকালে এপল্লী হইতে অন্য পল্লীতে
গমনাগমন করিতে হইলে যে কি ক্লেশ ভোগ
করিতে হয় তাহা মহাশয়কে আমি বর্ষাকালের
প্রারম্ভেই অবগত করাইয়াছিলাম। কিন্তু মহা-
শয় আমরা ভরসা করি যে অনতি বিলম্বেই
রাস্তা ঘাটের দুঃখ হইতে উদ্ধার হইতে পারিব,
কারণ এখানকার অনারারি মাজিষ্ট্রেট মহাশয়,
এবং উল্লিখিত সুপারিন্ টেণ্ডেন্ট রেজ এই দুই
মহাত্মা রাস্তা মেরামত করিবার জন্য অত্যন্ত
যত্নবান্ হইয়াছেন। মহাশয়, এখানকার জীর্ণ
রাস্তার সংস্কার হউক বা না হউক ইহার আ-
ন্দোলন হওয়াতেই আমরা পরিতোষ প্রাপ্ত
হইয়াছি, যেমন লোকে বলিয়া থাকেন যে
সুচি থাকা হউক বা না হউক

তাহাই।

এক্ষণে এখানে নীচের অধিকাংশ
হইয়াছে বটে তথাপি ক্ষমতার অধিকাংশ কিছু
হ্রাস হয় নাই। বরং বৃদ্ধি হইতেছে, এবং
মধ্যে দুই একটী ওলাউঠায় তাহা প্রাণ
করিতেছে।

২৭এ নবেম্বর কৃষ্ণপাতিয়ার এখানকার
মিসন সংক্রান্ত বিদ্যালয়ের ছাত্রগণের
সরিক পরীক্ষা হইবেক, এবং এরূপ
যাছে যে, ডাক্তর ডফ সাহেব ঐ পরীক্ষা
সমাধা করিবেন। মহাশয়, এই জনরবটি
সত্য হয় তাহা হইলেই আমাদের
আনন্দের বিষয়।

সাহেবের পরিবর্ত্তে এখানে এক
ডেপুটি মাজিষ্ট্রেট আসিয়াছেন, আমরা
করি ইনি প্রতাপ বাবুর মতন মিথ্যা
সময় ব্যয় না করিয়া প্রজাদিগের মঙ্গল
পাইবেন সন্দেহ নাই

পালনা
২৬এ নবেম্বর। ১৮৬২ } এক পাঠক

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু হরগোবিন্দ বন্দ্যোপা
মাজিরানপুর। ১২৬৯। ১৫ অগ্রহায়ণ হইতে
৭০। ১৫ অগ্রহায়ণ পর্য্যন্ত কোং ১০

শ্রীযুক্ত বাবু রাম গোপাল মিত্র : নদিয়া
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত

" টমস ক্লর্ক মধ্য ভগবান গোলা
আষাঢ় হইতে অগ্রহায়ণ পর্য্যন্ত। কোং ৫ টা

শ্রীযুক্ত বাবু তারকনাথ বন্দ্যোপাধ্যায় বাগ
১২৬৯ পৌষ হইতে জৈষ্ঠ পর্য্যন্ত কোং ৫ টা

শ্রীযুক্ত বাবু রাম লোচন ঘোষ কৃষ্ণনগর
১২৬৯ আশ্বিন হইতে ৭০ শ্রাবণ পর্য্যন্ত ১০

শ্রীযুক্ত বাবু বনমালি সাহা কৃষ্ণনগ
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত
কোং ১০ টা

" মুন্সী বজেলে আলী দারোগা রঙ্গপু
১২৬৯ আষাঢ় হইতে ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত। ১০

শ্রীযুক্ত বাবু দুর্গাচরণ গুপ্ত মিউনিসিপ
লাইবেরি কোং ১০ টা

শ্রীযুক্ত বাবু চারুচন্দ্র ঘোষ সিমুলিয়া
অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত। কোং ১

শ্রীযুক্ত বাবু বিপিন বিহারী ভাদুড়ি
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত

এই পত্র কলিকাতার
দাইর কৌনের বকি
বৈদ্যবাটীর বসতি

বিজ্ঞাপন।

সর্ব্ব সাধারণের জ্ঞাতার্থে জানান যাইতেছে যে খাশ মহাল ডিহি ৫৫ গ্রামের মধ্যস্থিত নিম্নের লিখিত হোলডিংয়ের আপন আপন জেমার বাকী আদায় না হওয়ায় সন ১৮৩৫ সালের ৮ আইন ক্রমে সন ১৮৬২ সালের ১০ ডিসেম্বর মোং ১২৬৯ সালের ২৬ অগ্রহায়ণ বুধবার মোকাম আলিপুরের ডেপুটি কালেক্টরি কাছারিতে নিলাম বিক্রয় হইবেক যে খরিদ করিতে মানস রাখে তাহারা ঐ তারিখে হাজির হইয়া নিলাম ডাক করিতে পারে আর প্রকাশ থাকে যে ব্যক্তি নিলাম খরিদ করিবেক তৎক্ষণাৎ শতকরা ১৫ টাকার হিসাবে দাখিল করিয়া অবশিষ্ট পণ নিলামের তারিখ হইতে ৮ দিন দুই প্রহরের সময় দাখিল করিতে হইবেক।

ডিবিজান নম্বর	সব ডিবিজান নম্বর	হোল্ডিং নম্বর	বাকি দারের নাম	খাজানা জমা	মোট বাকির পরিমাণ	ডিবিজান নম্বর	সব ডিবিজান নম্বর	হোল্ডিং নম্বর	বাকি দারের নাম।	খাজানা জমা	[illegible]
১	২	১২৫	রমানাথ বসাখ	।৶০	।৶০	ঐ	ঐ	১০	মনোহর দাস।	৶৩	
ঐ	৩	৫৭	গোবিন্দচন্দ্র বড়াল	৵১	৵৬	ঐ	৫	৩	মজীমদ্দী আহম্মদ।	২৸৴২	[illegible]
ঐ	৮	১২৬০	মধুসূদন হালদার	।/৯	।/৯	ঐ	১২	১২৫	জগমোহন গঙ্গোপাধ্যায়	২৸০	[illegible]
ঐ	ঐ	১৮১	নসিরুদ্দীন সরকার	২।৵৯	২।৵৯	ঐ	ঐ	১৪০	ঐ	৩৸৶	[illegible]
ঐ	১২	১১০	মধুসূদন হালদার	৩।৶৯	৸/৬	ঐ	১২	১৬১	মধুসূদন হালদার	।/৬	
ঐ	১৩	১২	বক্তেশ্বর হালদার	১৸/৩	।/৯	৪	এ.	১১৩	সেখ বসীরুদ্দীন।	১৸৶	
২	১	৩	৺রাধাকান্ত ঠাকুরসেবাৎ বংশীধর মিত্র	১৩৸/০	১৩৸/০	ঐ	ঐ	২৪৫।৭,	বিবি বসীরন্নেছা।	২/৬	
ঐ	২	৯	হিরালাল দত্ত দীং	২_৯	২_৯	ঐ	বি	১২১	দুখু খানসামা।	৸৵৯	
ঐ	ঐ	১৫	ঐ	৪_৬	৪_৬	ঐ	ঐ	১৪৬	পীতাম্বর চন্দ।	।/৬	
ঐ	ঐ	২১	ঐ	৩।৵৯	৩।৵৯	ঐ	ঐ	১৩৮	চিন্তামণি দাসী।	[illegible]	[illegible]
ঐ	ঐ	৪৪	ঐ	২।৬	২।৬	ঐ	ঐ	১৬৯	জামির মিস্ত্রি।	৸৴৬	[illegible]
ঐ	ঐ	৪৬	ঐ	৫৸/৩	৫৸/৩	ঐ	ডি.	১২	বলাইচাঁদ বাঘ।	[illegible]	[illegible]
ঐ	ঐ	৫২	ঐ	২/৩	২/৩	ঐ	ই,	১৩৫	আনন্দচন্দ্র দসদীং	৪৸৫	[illegible]
ঐ	ঐ	৯১	৺রাধাকান্তঠাকুরসেবাৎ বংশীধর মিত্র	৫।৵৩	৫।৵৩	ঐ	এফ,	১৬	মধু খানসামা।	৩৸০	৭
ঐ	ঐ	১১৬	হিরালাল দত্তদীং	১৸৬	১৸৬	৪	জী.	১	লক্ষ্মীপ্রিয়া দেবীদীং	৫৸৵২	৫৮
ঐ	ঐ	৮৬	রাধাকৃষ্ণ মিত্র	২।৵১০	২।৵১০	ঐ	ঐ	১৩১	মহেন্দ্রনাথ বাঘ।	৪৸৵৭	৪।৵[illegible]
ঐ	ঐ	৯১	জয়নারায়ণ পরামাণীক	৪।৶৬	৪।৶৬	ঐ	ঐ	১৩৭	ঐ	৪৵২	৪৵২
ঐ	৬	৪২	বিশ্বনাথ দত্তদীং	১৯৸৵৭	১৯৸৵৭	ঐ	ঐ	১৪১	ঐ	২৯।৯	২৯।৯
ঐ	১০	১১৯	জগৎসুন্দরী দাসী	৩৭।৵৯	৩৭।৵৯	ঐ	ঐ	৫০	কালীনাথ দত্ত।	১১_১০	১১_১০
৩	১	২৭	মধুসূদন হালদার।	৵০	৵০	ঐ	ঐ	১৫৬	রায় বৈকুণ্ঠ নাথ চৌধুরি	৵১০	৵১০
ঐ	ঐ	৩২	ঐ	৵৯	৵৯	ঐ	ঐ	৯৯	সেখ পুটু দরজী।	৵৯	[illegible]
ঐ	ঐ	৪০	হরিশ্চন্দ্র দাসগুপ্ত।	১_	১_	ঐ	ঐ	১১৯	বিবি আকবর।	৸/৬	১৸৶[illegible]
ঐ	২	[illegible]	মতিয়া প্যারী	৩৯।৬	৩৯।৬	ঐ	ঐ	১২৬	বিবি কোএলা ওমা; মিএগজান খানসামা।	৵৯	৵৯

	সব ডিভিজন নম্বর	হোল্ডিং নম্বর	বাকিদারের নাম।	বাকি টাকা	মোট বাকির পরিমাণ	ডিভিজন নম্বর	সব ডিভিজন নম্বর	হোল্ডিং নম্বর	বাকি দারের নাম।	বাকি টাকা	মোট বাকির পরিমাণ
[illegible]	আই,	১২৪	কালিমোহন সরকার।	৷/৭	।৵২	ঐ	ঐ	৯০,এ	হুকুমচাঁদ কাঙ্গাল।	।৶৩	৶০
[illegible]	কে,	৫৮	বিবি পরান।	৩৶	৩।৶	৬	ডি	৮৪	পাঁতিত কর্মকার।	২_৭	২ ৭
[illegible]	এম,	১৬০	রামধন মিত্র।	২_৬	২_৬৩	ঐ	ঐ	২৬২পি	বিশ্বম্ভই দেব্যা ও	।৶৮	।৶৮
[illegible]	ঐ	১৬৭	কাশিনাথ দত্ত।	৸/১০	১৷৶৮				কালিকমল বন্দ্যোপাধ্যায়		
[illegible]	ঐ	১৭৫	ঐ	১৷৶৫	২৸১০	ঐ	কী	৪।এ,	দুর্গাগতি ভট্টাচার্য্য দিং	২৶	২৶০
[illegible]	এফ,	৪৪	মুনসী কফলেরহমান	২৷৶৬	২৷৶৬	ঐ	ঐ	৯	ঐ	৪৷৶৪	৪৷৶৪
[illegible]	ঐ	৪৭	মুনসী গোলাম রহমান।	৩৸৶৯	৩৸৶৯	ঐ	"	১০	ঐ	।৶০	।৶০
[illegible]	এইচ,	১২৩	ভগান ঘোষ।	১৸৶৮	১৸৶৮	ঐ	"	১৫	ঐ	১৶২	১৶২
[illegible]	ঐ	১৪৩	কালীমোহন সরকার।	।৶৪	১।৶৪	ঐ	জে	২১৭	কৃষ্ণমোহন মিত্র।	।৶০	।৶০
[illegible]	ঐ	২৩১	মনু খাঁ।	২৷/৬	২৷/৬	ঐ	কে	১৬৯	৺শ্রীধর ঠাকুরের সেবাত	৭৸/৪	৭৸/৪
[illegible]	জে	৯০	প্রসন্নকুমার দে।	১।	১।৩				কাশীকান্ত চট্টো দিং		
[illegible]	কে,	২৮৩	কার্ত্তিকচরণ বসু।	৪৸৶৫	৸৶৫	ঐ	কীউ	৯৭	রাধানাথ বসু ও হর	১৭/১১	১৭/১১
[illegible]	ঐ	৩২১	মধুসূদন হালদার।	৮।০	১৬।০				গোবিন্দ পাল।		
	এল	৪৯	কৃষ্ণপ্রসাদ বসু।	২৶৮	২৶৮	ঐ	ঐ	২০৯	কালাচাঁদ মণ্ডল দিং	৫৸৶২	৫৸[illegible]
[illegible]	ঐ	১২১	কৈলাসচন্দ্র রায়।	৪_৯	৸০	ঐ	"	২৮৫	কৃষ্ণপ্রসাদ বসু।	১৷৶৩	১৷৶৩
[illegible]	পি	৩৯	মনীরুদ্দীন সরকার	॥/০	॥/০	ঐ	"	২৭৭	কাশীনাথ ঘোষাল।	৷/৩	৷/৩
[illegible]	আর	৫৩	ঈশ্বরচন্দ্র বসু।	/১১	৶৮	ঐ	ঐ	২৯৪	ছোট নিস্তারিণী দেবী	৯_	১২_
ঐ	ঐ	৫৮	এলাউদ্দী।	১_৯	১_৯	ঐ	আব	১১	রাজেশ্বর চক্রবর্ত্তি দিং	।৬	।৬
ঐ	ঐ	৮৬	সেখ জোনাব আলী।	৪৷৶৩	৪৷৶৩	ঐ	ঐ	৬০	রাজেশ্বর চক্রবর্ত্তি নাবা	১৬।০	১৬।০
ঐ	ঐ	[illegible]৮	সেখ জোবান আলী।	১৶৯	১৶৯				লগের আলি ও ঘোদ রা		
ঐ	ঐ	১৪৫	মধুসূদন হালদার।	৩।৭	৩।৭				কুমার চক্রবর্ত্তি ও দিগম্বর		
	ঐ	১৬২	রমানাথ ঘটক।	৬।১০	৬১০				বন্দ্যোপাধ্যায়।		
	ঐ	১৬	ঐ	২।৶৬	২।৶[illegible]	ঐ	ঐ	৬৩,৬৩এ	রামনারায়ণ মুখোপাধ্যায় দিং	২৷৶১	২৷৶১
	ঐ	৬৪	ঐ	৪॥/০	[illegible]	ঐ	"	৬৩বি	ঐ	।৶৮	।৶৮
	ঐ	২৩।১	ঐ	।৯	[illegible]	ঐ	ইউ,	৪৩	রামকুমার চক্রবর্ত্তি দিং	৸৶৭	৸৶
	ঐ	২২৪	কৃষ্ণপ্রসাদ বসু।	১/১	[illegible]	৬	ইউ,	৭৯	হাজি মহম্মদ আলী।	৸৶০	৸৶
	জি,	২৩৬	মনু খাঁ।	১।৶০	১[illegible]	ঐ	ঐ	১২৯	ভুবন মোহন মণ্ডল।	৩।৮	৩।৮
	জবালি	[illegible]	সৈএদ গোলাম আলী।	৭।৪	[illegible]	ঐ,	ঐ	৮	কৈলাসচন্দ্র পাল।	[illegible]	[illegible]

সোমপ্রকাশ

"প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং।

৫ ভাগ। ৫ সংখ্যা।	সন ১২৬৯। ১ পৌষ। ইং ১৮৬২। ১৫ ডিসেম্বর	মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০ টাকা।

বিজ্ঞাপন।

সর্ব্বসাধারণের গোচরার্থে প্রকাশ করা যাইতেছে যে কলিকাতাস্থ গবর্ণমেন্ট ও গবর্ণমেন্ট সাহায্যকৃত এবং অপর বঙ্গবিদ্যালয় সমূহের বালকগণের উৎসাহার্থ গবর্ণমেন্ট বার্ষিক যে নয়টি অবৈতনিক ছাত্রবৃত্তি প্রদান করিয়াছেন আগামি ২৯শে, ৩০শে ৩১শে ডিসেম্বর সোম, মঙ্গল, বুধবারে কলিকাতার নর্ম্মাল স্কুলে ঐ সকল বৃত্ত্যাকাঙ্ক্ষিদিগের পরীক্ষা হইবেক। ১১ বৎসরের অধিকবয়স্ক বালকেরা উক্ত পরীক্ষায় গৃহীত হইবেক না।

কলিকাতাস্থ যাবতীয় বাঙ্গালা পাঠশালার বালকগণ উক্ত পরীক্ষা দিতে পারিবে কেবল তাহাদিগের সচ্চরিত্রের এবং কলিকাতার এক বা একাধিক পাঠশালায় অন্যূন ছয় মাস কাল অধ্যয়নের বিশ্বাস যোগ্য প্রমাণ যাহারা দিতে না পারিবে তাহারা পরীক্ষা দিতে পারিবে না।

যে বালক দ্রুত লিখনে এবং পুস্তক পাঠে অপারগ হইবে তাহাকে অন্যান্য বিষয় পরীক্ষায় গ্রহণ করা যাইবে না।

যে যে বালক পরীক্ষোত্তীর্ণ হইয়া এই সকল ছাত্রবৃত্তি পাইবে তাহারা হিন্দুস্কুলে অথবা গবর্ণমেন্ট স্কুলে বিনা বেতনে পাঁচ বৎসর পাঠ করিতে পারিবে।

কলিকাতা।

১৮৬২ সাল — মধ্যবিভাগের ইনস্পেক্টর

১১ ডিসেম্বর

—•—

... হইয়াছি। আর উক্ত ... অধীরা বিধাতার সহিত ... যে যে সম্পত্তি আমার মাতা- ... এমারত ও ইষ্টকাদি ক্রয় করিয়াছেন ... আমার অজ্ঞাতে তাহা হস্তান্তর করিয়া ... করিয়াছেন তাঁহাদিগকে বা তাঁহা- দের ওয়ারিসানকে সেই সেই বিষয়ের দাবি ... কে বা আমার ওয়ারিসানকে আইনানুযায়ী ... ছাড়িয়া দিতে হইবেক। প্রথমতঃ উক্ত ... হইতে ৬/ নীলকণ্ঠ সেনের বিমাতার কোন ... অধিকার নাই, দ্বিতীয়তঃ অবলা স্ত্রীলোকের ... বিক্রয়ের অধিকার নাই অতএব তাঁ- ... বিক্রয় করা নিতান্ত অসিদ্ধ।

শ্রীদ্বারকানাথ রায়

... ১২৬৫ সাল ... পরিপাটী

... অগ্রহায়ণ ... হিন্দুর, শাস্ত্রের পণ্ডিত।

সোমপ্রকাশ।

১লা পৌষ সোমবার।

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা একটী অবলম্বনপক্ষ আইন করিলেন।

প্রতিভাগুণসম্পন্ন ব্যক্তিদিগের লেখ- মুখ হইতে সময়ে সময়ে যে সমস্ত ম- ... বাক্য বিনির্গত হয়, কোন দেশে ও ... কালে কলাংশে তাহার অণুমাত্র ... ক্রম হয় না। বরং কখন কখন অধিক ... দৃষ্ট হইয়া থাকে। ... কহিয়া ... বিদ্যাভিমানী হইয়া যেমন ... পুরুষদিগকে নির্ব্বোধ বোধ করিতে ... ঐরূপ বিজ্ঞ ... অভিমানী ... নির্ব্বোধ ... বোধ করিবে। ... ব্যবস্থাপক সভার ... মধ্যে মধ্যে ... অনুযায়ী ... প্রকৃত উদাহরণ ... এক ... ব্যবস্থাপক ... বিধির ভঙ্গ ... সন্দেহে বোধে যে ব্যক্তি ... তেছেন, আর এক জন ... বঞ্চিত করিতেছেন। ... দিন পূর্ব্বে আমাদিগের ভূতপূর্ব্ব লেফ্টেন- ... গ্রাণ্ট সাহেব সভাপতির আ- সনে উপবিষ্ট হইয়া, এই আইন করিবার প্রস্তাব করিয়াছিলেন যে এক অথবা ক- য়েক ব্যক্তির দোষে যদি কোন গ্রামে দাঙ্গা উপস্থিত হয়, সেই অপরাধে গ্রামের সমুদায় ব্যক্তির দণ্ড হইবে। এক্ষণে বী- ডন সাহেব সভাপতির আসনে আসীন হইয়া ঐ প্রস্তাবটি রহিত করিলেন। গ্রাণ্ট সাহেব যে কি কারণে ও কি যুক্তিতে এ রূপ অন্যায় বিধি বিধানের প্রস্তাব করি- য়াছিলেন, এখন সে চিন্তায় আর প্রয়োজ- ন নাই। ব্যবস্থাপক সভা অকীর্ত্তি হইতে এবং বঙ্গদেশীয়েরা অন্যায় দণ্ড হইতে যে রক্ষা পাইলেন, এই সৌভাগ্যের বিষয়।

বি, এ, উপাধির পরীক্ষা।

আমরা পুনরায় এবিষয়ে হস্তক্ষেপ করিলাম। হুগলী, কৃষ্ণনগর প্রভৃতি ক- লেজে বি, এ, উপাধি লাভার্থিদিগের পা- ঠোপযোগি পুস্তক পাঠনার রীতি প্রবর্ত্তিত হইলে অনতিদীর্ঘকাল মধ্যে ঐসকল বিদ্যা- লয়ের সবিশেষ উন্নতি হইয়া উঠিবে সন্দে- হ নাই। প্রেসিডেন্সি কালেজের বর্ত্তমান ইতিহাসাধ্যাপক শ্রীযুক্ত ই, বি, কউএল সাহেবের সদৃশ সুপণ্ডিত, সচ্চরিত্র, ধীর প্রকৃতি, দয়াবান্ ধার্ম্মিক ব্যক্তিরা যদি অধ্যাপক পদে নিয়োজিত হন, কোন্ ব্যক্তি তত্তৎ বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি নিবারণ করিয়া রাখিতে সমর্থ হইবে? অধ্যাপকদিগের গুণেই বাহুল্যরূপে ছাত্রদিগের বিদ্যা ও চরিত্র শিক্ষা প্রভৃতি যাবতীয় সদ্গুণ অ- র্জ্জিত হয়। আমরা প্রচুর শুনিতে পাই, অধ্যাপক ও তত্ত্বাবধায়ক উভয়ে মিলিয়া অনেক বিদ্যালয়কে উৎসন্ন দি- তেছেন। এরূপ হওয়া বিচিত্র নহে। ব্যা- ধিই কেবল সাংক্রামিক নয়, গুণদোষও সাংক্রামিক হইয়া থাকে।

এ দেশপুরুষেরা যদি ব্যয়ের কথা তুলিয়া এ বিষয়ে উদাসীন্য প্রদর্শন করেন, ... ধেয় হইতেছে না। গবর্ণমেণ্ট শিক্ষাসম্বন্ধে যে অত্যল্পমাত্র দান করিয়া থাকেন, সকলেই এ আক্ষেপ করিয়া থাকেন। ... কি, শিক্ষা কার্য্যের প্রধানতম অধ্যক্ষ ... কিসন সাহেবও যে দিন ১৮৬০। ৬১ অ- ব্দের শিক্ষা সংক্রান্ত রিপোর্ট মধ্যে এ বি- ষয়ের প্রসঙ্গ করিয়া আক্ষেপ করিয়াছেন। তিনি বলেন, ১৮৫৯। ৬০ অব্দে কেবল এই এক বঙ্গদেশে ১৩ কোটি টাকা আয় ও ৮ লক্ষ মাত্র ব্যয় হইয়াছে। এ আয়ের ত্র- য়োদশ অংশও (এক কোটি) যদি শিক্ষাকার্য্যে প্রদত্ত হয়, সমুদায় ভার- তবর্ষ কি কৃতার্থ হয় না? গবর্ণমে- ণ্টের এ বিষয়ে হস্ত সঙ্কোচ করা কি ন্যায় সিদ্ধ হইতেছে? যদি কেহ এরূপ প্রশ্ন জিজ্ঞাসা করেন, এ দেশের তাবি সর্ব্বা- ঙ্গীন মঙ্গল লাভের মূল কারণ কি? চীনদে- শীয় অন্তর সম্রাট যেরূপ এক গৃহস্থকে পুত্র পৌত্র, কন্যা, বধূ, পুত্রবধূ প্রভৃতি বহুতর পরিবার পরিবেষ্টিত হইয়া সুখে কালাতি- পাত করিতে দেখিয়া বিস্ময়াবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিয়াছিলেন, তোমাকে ... স্বভাব অনেকবিধ পরিজন পরিবেষ্টিত দেখিতেছি, অথচ তুমি এপ সচ্ছন্দে কাল- যাপনে সমর্থ হইতেছ, ইহার বীজ কি? গৃহস্থ উত্তর দিলেন, সহিষ্ণুতা সহিষ্ণুতা সহিষ্ণুতা; আমরাও সেইরূপ উক্ত প্রশ্নের উত্তর স্থলে শিক্ষা শিক্ষা শিক্ষা তিন বার উচ্চারণ করিব।

শিক্ষা সংক্রান্ত ব্যয় সংক্ষেপ দ্বারাও প্রস্তাবিত বিষয়ে ব্যয়ের আনুকূল্য হইবার সবিশেষ সম্ভাবনা আছে। শিক্ষা কার্য্যে প্রদত্ত অর্থের অধিকাংশ তত্ত্বাবধায়ক ও অধ্যক্ষদিগের উদরসাৎ হইয়া থাকে। তাঁহাদিগের সংখ্যা ও বেতন হ্রাস করিয়া সেই উদ্বৃত্ত অর্থ যদি শিক্ষক ও অধ্যাপক- দিগের বিষয়ে বিনিয়োজিত করা হয়, ... যে আমাদিগের প্রস্তাবিত বিষয় সুসিদ্ধ হয় এরূপ নয়, শিক্ষা সংক্রান্ত ডিপার্ট- মেণ্টেরও একটী মহোপকার সাধিত হইবে।

। এই ডিপার্টমেন্টে একটী বিপরীত
.ধার অনুসৃত দৃষ্ট হইতেছে। সামান্য
তনে সামান্য লোককে (অল্প বেতনে
ল লোক পাওয়া যাইবে কেন ?) শিক্ষ
পদে নিয়োজিত করিয়া অধিক টাকা
য় করিয়া তত্ত্বাবধান ক্রিয়া সম্পাদন করা
ইতেছে। যাঁহারা এই ব্যবহারের প্রবর্ত্তন
র্ত্তা, তাঁহারা মহাভ্রমে পতিত হইয়াছেন।
হারা মনে করেন, তত্ত্বাবধানই শিক্ষা
ক্রান্ত ডিপার্টমেন্টের জীবন স্বরূপ।
স্তবিক তাহা নহে। উৎকৃষ্ট শিক্ষক নি
গই ইহার জীবন। শিক্ষকগত দোষ
কিলে তত্ত্বাবধায়কেরা তাহার কত সং
াধন করিবেন ? সে দোষের সংশোধন
ষ্টা করিয়া সে সম্পূর্ণ রূপে কৃতকার্য্য
ওয়া যায় না, অনুদিন তাহার অসংখ্য
মাণও পাওয়া যাইতেছে। কিন্তু উৎ
ষ্ট শিক্ষক ও অধ্যাপক নিয়োগের প্রথা
দি প্রবর্ত্তিত হয়, তত্ত্বাবধানের বড় অ
াক্ষা থাকে না। তাঁহাদিগের হৃদয়ে এক
শুদ্ধস্বভাব সূক্ষ্মদর্শী তত্ত্বাবধায়ক (অপকৃ
শিক্ষকের হৃদয়ে ঈদৃশ তত্ত্বাবধায়কের
স আধিপত্য থাকে না) আছেন, তিনি
.ত কাল সন্নিহিত ও অবহিত হইয়া
হাদিগকে কর্ত্তব্য সাধনে প্রেরণ করিতে
ন। বাহিরের তত্ত্বাবধায়কদিগের সেরূপ
য় করাইবার ক্ষমতা নাই। তাঁহারা দূরে
কেন, সর্ব্বদা তত্ত্বাবধান করিতে পারেন
, সকলের আবার সূক্ষ্ম রূপে ন্যায্য মর্ম্ম
করিবার ক্ষমতাও নাই। এই সকল কার
ই সচরাচর দেখিতে পাওয়া যায়, যে
কল শিক্ষকের আন্তর তত্ত্বাবধায়কের
ত্ত্বাবধান নাই, তাঁহারা অবসর পাইলে
াহই কর্ত্তব্য সাধনে অবহেলা করিয়া থাকেন না।
ভন্নিম, ভারতবর্ষের টাকার কত ই.ল
, কতক অকারণ ও অসঙ্গত ঘুষে, কতক
অপব্যয়ে বেতন দানে, কতক চোর কর্ম
রিদিগের উদরে, কতক অনাবশ্যক বৈ
দিগের .... হইয়া

থাকে। এই সকল অসঙ্গত ও অপব্যয়
নিবারিত হইলে কি রাজপুরুষেরা ভারত
বর্ষীয়দিগের শিক্ষা কার্য্যে দানকালে
মুক্ত হস্ত হইতে পারেন না ? ইহাদিগের
বিদ্যাশিক্ষার অনুরোধে যথোচিত চেষ্টা
পাইয়া সেই সেই অপব্যয় নিবারণ কি
বিধেয় নয় ? রাজ পুরুষেরা ভারত ভূমিকে
কামদুঘা বোধ করিয়া নিরন্তর অর্থ দোহন
করিতেছেন, কিন্তু ইহার সন্তানগণ অজ্ঞান
অন্ধতমসে মগ্ন হইয়া বিসন্ন হইতেছেন,
ইহা অত্যন্ত ক্ষোভের বিষয়। এই প্রসঙ্গে
সংস্কৃত আরবী ও লাটিন প্রভৃতির বিষয়ে
বি, এ, পরীক্ষার সম্বন্ধে কিছু বক্তব্য আছে।
এক্ষণে ইংরাজীতর ভাষার পরীক্ষার ফলা
ফল বিবেচনা কালে বাঙ্গালা প্রভৃতি চলিত
ভাষা এবং সংস্কৃত প্রভৃতি অচলিত ভাষা
উভয়ই তুল্যরূপে সমাদৃত হইয়া থাকে।
কিন্তু যদি অনুধাবন করিয়া দেখা যায়
চলিত ও অচলিত উভয়বিধ ভাষার তু.
সমাদর বিধেয় হইতেছে না। অচলিত
ভাষায় ব্যুৎপত্তি লাভে যেরূপ পরিশ্রম
ও কষ্টসাধ্য, চলিত ভাষায় সেরূপ হওয়া
কোন ক্রমেই সম্ভাবিত নহে। অতএব উক্ত
উভয় ভাষার পরীক্ষার্থিদিগের ফলাংশে
শ্রমানুরূপ পুরস্কার দেওয়া কর্ত্তব্য। সেই
পুরস্কার দানের দুটী উপায় আছে। এক
যে সময়ে পরীক্ষা হয়, পরীক্ষকেরা
চলিত বাঙ্গলাদি ভাষায় লিখিত প্রশ্নে
র উত্তরের সহিত অচলিত সংস্কৃতাদি
ভাষায় লিখিত উত্তর তুল্যমূল্য বলিয়া
গণনা না করেন। উদাহ. প্রদর্শন
দ্বারা আমাদিগের বক্তব্যটী সমধিক পরি
স্ফুট রূপে পাঠকগণের হৃদয়ঙ্গম করিয়া
দেওয়া যাইতেছে। বোধ করুন, একজন
বাঙ্গালা ভাষায় আর এক জন সংস্কৃত ভা
ষায় পরীক্ষা দিতে গেলেন। পরীক্ষক উভ
য় পরীক্ষার্থিকে পাঁচ পাঁচটী করিয়া প্রশ্ন
দিলেন। উভয়েই প্রশ্নগুলির প্রকৃত উত্ত
র করিলেন। পরীক্ষক প্রতি প্রশ্নে পাঁচ

নম্বর করিয়া দিয়া প্রত্যেককে পঁচি
শ নম্বর দিলেন। পরীক্ষক [illegible]
তুল্য মূল্য না করিয়া যদি সংস্কৃত
দ্বিগুণ নম্বর দেন, এবং সেই রূপ
অন্য অন্য বিষয়ে ত্রুটি থাকে
তাহা পূরণ করিবার নিয়ম করা
হইলেই সংস্কৃতে পরীক্ষা [illegible]
হইল।

দ্বিতীয় পুরস্কারদান চাকরী
করুন, এককর্ম্মপ্রার্থী হইয়া [illegible]
উপস্থিত হইয়াছেন। দুই
পাধিধারী। কিন্তু উহাদিগের [illegible]
বাঙ্গালায় আর একজন সংস্কৃতে
ত্তীর্ণ হইয়াছিলেন। এরূপ [illegible]
ক্তকে কর্ম দেওয়াই উচিত। [illegible]
তির বিষয়েও এই নিয়মের অনু
য।

—

ভারতবর্ষে স্বর্ণ মুদ্রা [illegible]
বার আব[illegible]

বাণিজ্য ও ব্যবহার কার্য্যে
মুদ্রা ও নোট প্রচ[illegible]

রাছে। প্রয়োজনোপযোগী
দ্রব্য দ্বারা তাহার মূল্য [illegible]
থাকে, তাহার সংখ্যা, [illegible]
অথবা আকার দৈর্ঘ্যাদি [illegible]
পণ করা হয় না। [illegible]
প্রকার মুদ্রা প্রচলিত [illegible]
প্রকার মুদ্রার মধ্যে [illegible]
না। এই ভারতবর্ষে [illegible]
লিত আছে, কিন্তু ইহার [illegible]
অনেক সময়ে অনেক অসুবিধা ঘটে
এক প্রদেশ হইতে দেশান্তরে [illegible]
মুদ্রা লইয়া যাইবার আবশ্যকতা হয়
নেক প্রকার কষ্ট উপস্থিত হয়। [illegible]
স্বর্ণ মুদ্রার সবিশেষ উপযোগিতা [illegible]
কিন্তু ভারত বর্ষে সেই স্বর্ণ মুদ্রা [illegible]
নাই। তাহা প্রচলিত করা [illegible]
থাক

কালিফর্ণীয়া ও অষ্ট্রেলিয়ার স্বর্ণ খনি [illegible]িত হইবার পর অবধি এক ইংলণ্ডে [illegible] তিবৎসর দশ কোটি টাকার স্বর্ণ আ[illegible]তেছে! ফ্রান্স ও আমেরিকায় ইহা অ[illegible]ক্ষা অল্প ন্যূন নহে। প্রতি বৎসরই [illegible]র্ণের পরিমাণ বৃদ্ধি হইতেছে। অনেক [illegible]র্থশাস্ত্রবিৎ এই আশঙ্কা করিয়াছিলে[illegible] শেষে স্বর্ণ অল্পমূল্য ও হতাদর হই[illegible] কিন্তু এক্ষণে এ আশঙ্কা অমূলক বলি[illegible] প্রতিপন্ন হইয়াছে। বিংশতি বৎসর [illegible] দেশে অল্প সংখ্য স্বর্ণ মুদ্রা ছিল, [illegible]তি বৎসর তিন কোটি করিয়া [illegible]তেছে। এক আমেরিকার গৃহ [illegible]দ্ধ তথা হইতে ইউরোপে প্রায় [illegible]টি টাকার স্বর্ণমুদ্রা আসিয়াছে! [illegible] যদি বণিক ও সর্ব্বসাধারণের [illegible] না হইত, তাহা হইলে কি ইহা [illegible] চলিত [illegible]ত? উইলসন সাহেব বর্ষে স্বর্ণ[illegible] প্রচলনের যে [illegible] , তাহার [illegible] হইল। এক্ষণে [illegible] প্রায় দুই কোটি টাকার গিনি, প[illegible] [illegible]রাণী ফ্রাঙ্ক প্রভৃতি এদেশে আ[illegible] কিন্তু দুর্ভাগ্যবশতঃ তাহা এদেশীয় [illegible]গরদিগের চৌর্য্য ও উদরপোষ্য করিতেছে।

[illegible] নোট চালাইবার সময়ে বণিক সম্প্র[illegible] টাকার পর্য্যন্ত নোট করিবার আ[illegible]ম করেন, কিন্তু নোট সর্ব্বত্র প্রচলিত [illegible]ব না, গবর্ণমেণ্টের ক্ষতি হইবে, এই [illegible] করিয়া লেঙ সাহেব তাহা প্রচলিত [illegible]কে সমর্থ হইলেন না। কিন্তু স্ব[illegible] মুদ্রার [illegible] আশঙ্কা নাই, কি র[illegible] কি মফ[illegible] [illegible] স্থানে ইহা প্রচলিত হইবে [illegible] বিষয়ের কেবল একটী [illegible] আছে। ভারত[illegible] [illegible] [illegible]বলিয়া [illegible] [illegible] সংস্কারানুরূপ [illegible] প্রতি তাঁহাদিগের [illegible] অ[illegible] [illegible]। তাঁহারা [illegible]

[illegible]ওজন না করিয়া ইহার এক রতিও গ্রহণ করেন না। স্বর্ণ মুদ্রা প্রচলিত হইলে [illegible] বিশেষতঃ বণিকেরা তাহা ভরির দরের [illegible]বে লইবেন। পয়সার হিসাবে টাকা, অথবা টাকার হিসাবে নোটের ন্যায় তাহা গৃহীত হইবে না। অতএব গবর্ণমেণ্টের ইচ্ছাপূর্ব্বক স্বর্ণ মুদ্রার মূল্য নিরূপণ করা অথবা তাহাতে খাদ দেওয়া সাধ্যায়ত্ত হইবে না। জষ্টিনিয়ন, সম্রাট মাক্সিমিলিয়ান প্রভৃতি কয়েকজন ভূপতি মুদ্রায় খাদ দিয়া শেষে ক্ষতি ও অপমান গ্রস্ত হইয়াছিলেন। যাহা হউক এক্ষণে আমাদিগের বক্তব্য এই, প্রধান প্রধান বণিকদিগকে ডাকাইয়া কত মূল্যের স্বর্ণে মোহর প্রভৃতি প্রস্তুত করা কর্ত্তব্য ইহা নিরূপণ করিয়া স্বর্ণমুদ্রা প্রচলিত করা উচিত। ঠিক যদি ১৬ টাকার স্বর্ণে মোহর হয়, তাহা লইয়া ১৬ টাকা দিতে কে অসম্মত হইবেন? বাঁটার ভয় করা অন্যায়। টাকারও কি বাঁটা লাগে না? বিশুদ্ধ স্বর্ণের মুদ্রা হইলেও যদি বাঁটা লাগে, তাহাতে ক্ষতি কি? টাকার ন্যায় ইহারও দুআনি পর্য্যন্ত করা কর্ত্তব্য। ইহা দ্বারা যে বিশেষ উপকার লাভ হইবে, তাহার বর্ণন করা বাহুল্য। এক্ষণে গড়ে প্রত্যেক ভারতবর্ষীয় স্ত্রীলোকের গাত্রে ৫০ টাকার স্বর্ণ আছে। স্বর্ণ মুদ্রা প্রচলিত হইলে অলঙ্কারের প্রতি ক্রমে এ দেশীয়দিগের ঔদাসীন্য হইবে, দেশের ধনবৃদ্ধি হইবে, এবং গবর্ণমেণ্টেরও বিলক্ষণ সুবিধা হইবে।

দাক্ষিণাত্য কুলীন বৈদিক শ্রেণী পুনর্ব্বার।

২।৩ মাস বয়ঃক্রম কালে পুত্রের এবং অশৌচান্তে কন্যার বাগদান প্রথা এই শ্রেণীর উন্নতির একটী প্রধান প্রতিবন্ধক হইয়াছে। শ্রীযুক্ত আনন্দচন্দ্র বেদান্তবাগীশ সেই যুক্তি ও শাস্ত্রবিরুদ্ধ জঘন্য প্রথার পরিবর্ত্তন চেষ্টায় প্রবৃত্ত হইয়া এই শ্রেণীর মহোপকার সাধনে প্রবৃত্ত হইয়াছেন, কিন্তু তাঁহার আংশিক ভ্রম হওয়াতে সেই চেষ্টা সফল হইবার সম্ভাবনা দেখা যাইতেছে না। সেই ভ্রম সংশোধিত হইয়া যদি এই শ্রেণীর উপকার সাধিত হয়, এই আশায় আমরা পুনঃ পুনঃ এ বিষয়ের আন্দোলনে প্রবৃত্ত হইতেছি। পাঠকগণ আমাদিগের এ অপরাধ গ্রহণ করিবেন না।

৩রা অগ্রহায়ণের সোমপ্রকাশে মধ্যস্থ মানিবার বিষয়ে যে অভিপ্রায় প্রকাশ করা হয়, বেদান্তবাগীশ তদনুযায়ী হইয়া ৩০এ অগ্রহায়ণ বৃহস্পতি বার আমাদিগের নিকট এক পত্র প্রেরণ করেন। তাহাতে দৃষ্ট হইল, বৈদিক শ্রেণীর ২৬ ব্যক্তির নাম লিখিত হইয়াছে। বেদান্তবাগীশ উহার মধ্য হইতে মনোনীত করিয়া মীমাংসক নিরূপণ করিতে কহিয়াছেন। আমরা প্রথমে যে কয় মহোপাধ্যায়কে মধ্যস্থ মনোনীত করিয়াছিলাম, তাঁহারা বেদান্তবাগীশের মনোনীত হন নাই। অতএব আমরা আর মনোনীত করিবার ভার গ্রহণ করিতে অভিলাষী নহি, এ ভার বেদান্তবাগীশের উপরেই সমর্পণ করিলাম। তিনি যাঁহাকে ইচ্ছা মনোনীত করিয়া এবং কোন্ দিন কোন্ স্থানে সভা হইয়া এবিষয়ের বিচার হইবে তাহা স্থির করিয়া পূর্ব্বে পত্র লিখিবেন, আমরা সেই দিন সেই স্থানে উপস্থিত হইব। কিন্তু এস্থলে একটী কথার উল্লেখ করা নিতান্ত আবশ্যক হইতেছে। উপস্থিত বিষয়ে স্মৃতিশাস্ত্র লইয়া বিচার উপস্থিত। যাঁহাদিগের সেই স্মৃতি শাস্ত্রে পাণ্ডিত্য ও তাহার মর্ম্মগ্রহে সামর্থ্য আছে, তাদৃশ মধ্যস্থ যেন মনোনীত করা হয়। আমরা বেদান্তবাগীশকে বৈদিক শ্রেণীর বাগ্দান বিষয়ে যে পথ [illegible], লঙ্ঘন করিতে কহিয়াছিলাম, রঘুনন্দন ভট্টাচার্য্য প্রভৃতি প্রসিদ্ধ স্মার্ত্তদিগেরও তাহাই অনুমোদিত। শ্রীযুক্ত চন্দ্রকু[illegible]

—[illegible] হইতে এই[illegible] [illegible] যে [illegible], বোধ করি তা হা [illegible] হইতে [illegible] [illegible] করিতে সমর্থ হইবে। সে পত্র এই,—

সম্পাদক মহাশয়!

ভবদীয় সোমবিত, সোমপ্রকাশ পত্রিকাতে বেদান্তবাগীশ মহাশয়ের সহিত বিচারার্থ বোধে যে প্রবন্ধ প্রকটিত হইয়াছে, সে অত্যাশ্চর্য্যকর বিবেচনীয় অবস্তিপর্য্যন্ত শাস্ত্রার্থে প্রকটনে প্রবৃত্ত হইলাম। মহাশয়! অনুগ্রহ প্রকাশিয়া ভবদীয় জগদ্বিখ্যাত পত্রিকাতে স্থান প্রদানে বাধিত করিবেন সম্পাদক মহাশয়! বেদান্তবাগীশ মহাশয়ের সহিত স্মৃতিশাস্ত্রের বিচার উপস্থিত বিধায় আমরা সুখী হইলাম না। যাঁহারা এই সুপ্রসিদ্ধ সেবীপ্যমান সংস্কারকে অজ্ঞানকৃত অমূলক বলিয়া জ্ঞান করিয়া থাকেন, তাঁহাদের অমূলক বাল্যকালের জন্য এ কার্য্য সামান্য জ্ঞান হবে। অষ্টবর্ষা ভবেদ্গৌরী ইত্যাদি —এর যদি বিবাহের কালবোধক হয় এবং আরজলস্ত [illegible] যত্র কন্যা [illegible] ইত্যাদি শাস্ত্রও যদি বাল্যবিবাহবোধক হয়, তবে বেদান্তবাগীশ মহাশয়ের বাক্য বিচারার্হ হইতে পারে কিন্তু সেটি শাস্ত্র, যুক্তি ও ব্যবহার এই ত্রিতয় বিরোধী বোধ হইতেছে। হায় কি আশ্চর্য্য! প্রাচীন পণ্ডিতগণকৃত নিবন্ধে এবং [illegible] গ্রন্থে এবং স্মার্ত্ত ভট্টাচার্য্য মহাশয়ের শুদ্ধিতত্ত্বাদি গ্রন্থে কটাক্ষ পাত না করিয়া বেদান্তবাগীশ মহাশয় এই অমূল বিবাদ উপস্থিত করিয়াছেন, অতএব সমস্ত সেই সকল শাস্ত্র নিম্নভাগে প্রকটন করিলাম দৃষ্টি পাত করিবেন।

অষ্টবর্ষা, ভবেৎ [illegible] ইত্যাদি (১) বচনস্য [illegible] পরং [illegible] ব্যাখ্যানে স্মার্ত্তঃ। অতঃপরং [illegible] ইত্যাদীনভিধায় [illegible] অতঃপরং [illegible]

[illegible] বিবাহকালঃ কন্যাবিবাহকালঃ [illegible] বিবাহকালশ্চ উপনয়ন কাল ইতি [illegible] মুক্তমিতি; ন চ [illegible] স্ত্রীণাং বিবাহঃ গর্ভাষ্টমএব উপনয়নকালঃ ন বা বিবাহকালস্য বাল্যকালস্য প্রবাণমিতি ইত্যাদিনা। ন বা বিবাহ কালস্য বাল্যকালত্বে প্রমাণ মস্তি ইত্যাদ্যাহ [illegible]

বাল্যস্য বিবাহপূর্ব্বকত্বাদ্বাৎ বিবাহস্যচ পরকত্ব্যত্বাৎ তয়োঃ পৌর্ব্বাপর্য্যং বিনা একালকর্ত্তব্যত্বং ন সম্ভবতি তয়োঃ বাল্যস্য মধ্যেঃ পৌর্ব্বাপর্য্যনিয়মাৎ অপিচ বয়োরেক কালত্বে বাল্যমতেন গুণগুণাকাম ইত্যর্থ্যাপ। [illegible] বিবাহপরাংং বাবদেকাকমেবহি ইত্যাদেরেব প্রতার্থত্বাৎ বস্তুতঃ বাল্যকালা হি বাল্যস্যাপালনেন বিবাহস্য চ কর্ত্তব্যস্য প্রোক্তকর্ত্তব্যত্বেন নির্দ্দিষ্টত্বাৎ কন্যাপ্রমুখ্যাচ দ্বিবর্ষাৎ পরং বিবাহকালাৎ পূর্ব্বং নির্দ্দিষ্টং বাল্যং কর্ত্তব্যমিতি স্থিতং। অতএবাচার্য্যচূড়ামণিঃ বাল্যকালোহি চূড়াকালাবধিবিবাহপ্রাক্কাল-পর্য্যন্তং ইতি। মহামহোপাধ্যায়শ্রীকরাচার্য্যাদি বাল্যস্য বিশেষকালানুপদেশাৎ বিবাহপূর্ব্বকর্ত্তব্যত্বাচ্চ চূড়াকালাৎ পরং বিবাহকালপূর্ব্বত্বং বাল্যং বিহিতমিত্যাহ। অষ্টবর্ষা ভবেৎ গৌরী নববর্ষাচ রোহিণী ইত্যাদি শাস্ত্রস্য বিবাহকালনিয়ামকত্বে ত্রিংশদ্বর্ষো বহেৎ ভার্য্যাং হৃদ্যাং দ্বাদশবার্ষিকীং ইত্যাদি মনুবচনস্য ত্রিংশদ্বর্ষঃ ষোড়শবর্ষাং ভার্য্যাং বিন্দেত নগ্নিকাং ইত্যাদি মহাভারতবচনস্য চ [illegible] পিত্রুর্গৃহে চ যা কন্যা রজঃ পশ্যত্যসংস্কৃতা [illegible] [illegible] সা কন্যা [illegible] ইত্যাদি [illegible] প্রাপ্নুয়াৎ এব বিবাহকালঃ। অষ্টবর্ষা ভবেৎ গৌরী ইত্যাদি [illegible] সংগ্রহং— অন্যথা মনুবচন মহাভারত, [illegible] ধর্ম্মাদিগ্রন্থকারপ্রভৃত্ত প্রমাণীকৃত বচনানাং [illegible] কেনাপি পরিহর্ত্তুং ন শক্যতে। [illegible] বিবাহস্য [illegible] [illegible] চতুর্থকং [illegible] চতুর্থ বিবাহ [illegible] বাল্যপ্রাপ্তিরপি স্যাৎ যদি [illegible] তৃতীয় বিবাহঃ [illegible]

[illegible]

[illegible]

[illegible]

উক্ত [illegible]

আরজলস্ত [illegible]

নির্দিষ্ট [illegible] পরম্পরায় [illegible] পর একটি পদ আছে [illegible] অতঃপর [illegible] অর্থাৎ দুর্ব্বোধ [illegible] হয় তাহার, পর এইরূপ [illegible] কেহ কেহ অতঃপর এই সঙ্কলন [illegible] করিয়াছেন। সেই বাল্যাবোধক [illegible] যে সময়ে পুত্রের [illegible] হয়, সেই কালেই কন্যার বিবাহ [illegible] উদ্ধৃত করিয়া [illegible] খণ্ডন করিয়াছেন, [illegible] কন্যার বিবাহকাল [illegible] উপনয়ন সংস্কার নাই, [illegible] বাল্যকাল [illegible] [illegible] যে বাল্যকাল তাহারই [illegible] বাহের পূর্ব্ব [illegible] উভয়ের [illegible] কারণ ইহার পৌর্ব্বাপর্য্য [illegible] হইতেছে। [illegible] [illegible] [illegible] বিবাহ [illegible] [illegible] [illegible] অন্যথা [illegible] কাল অভিপ্রায় [illegible] [illegible] বিবাহকাল [illegible] প্রাচীন পণ্ডিত [illegible] কোন বিশেষ [illegible]

(১) [illegible] দ্বিতীয় [illegible] বিবেক। [illegible]

... বর্ষ ... গৌরী ... তৃতীয়ার পর ... কালের কাল ব্যবস্থা করিয়া- ... গৌরী নববর্ষীয়া রোহিণী ... কন্যা বিবাহের কাল বোধক ... বর্ষ। অতএব কন্যাং ... এবং ... কিরূপে অর্থ ... এ বচনে বাদশবর্ষে ক ... লিখিত হইয়াছে। তবে ... বর্ষে কন্যা দান করিলে গৌরীদান, নবম ... এবং দশম বর্ষে কন্যাদান ... ইত্যাদি যে সমস্ত বচন আছে, তাহা ... বাস্তবিক বিবাহ কাল ... নব্যমতাদির সহিত ... কোন রূপেই বিরোধ পরি- ...

... বেদান্তবাগীশের লিখিত পুস্তকে ... বিবাহের ... প্রতিসিদ্ধ বলিয়া যে ... তদ্বিষয়ে চন্দ্রকুমার তর্ক ... পাত্রে যদি কন্যাদান ... হইতে ... তাহা হইলে বুঝিয়া দ্বিতীয় ... যে কথা কহিতে ... বালক ... হইত। আর ... ভট্টাচার্য্য ... উল্লেখ করিয়াছেন, ... হইত।

... ভট্টাচার্য্য এদেশের একজন প্রধান অগ্রণী। তাঁহার মতেই ... চলিতেছে ... যে বাধুবাকে ... কাল নির্ণয় করিয়া দেন নাই, তাহার ... করিয়া ... শ্রেণীকে আর একটী উৎপা- ... নিয়ম আছে।

... বর্ষে ... করেন, বৈদিক ক্রো- ... বিবাহের অনতি দীর্ঘকাল ... নিয়ম করিলে শাস্ত্র ও ... রক্ষা হয় এবং ... উঠে পারে। ...

তাহাকেই গৌরীদান হইতে হইবে না, এ কথা বলিলে দোষ ... হয় না।

দ্বিতীয়, দ্বিতীয় পাত্র স্বীকাররূপ গৌণ কল্প আশ্রয় করিতে হইবে না। প্রথম প্রথম কিছু কাল কন্যা পাত্রে সমবয়স্কতা হইবে বটে, কিন্তু ক্রমে এ দোষ অন্তর্হিত হইবে।

তৃতীয়, এক্ষণে যে অশাস্ত্রীয় ও অযৌক্তিক বাধুরাম প্রথা প্রবর্ত্তিত আছে, তাহা রহিত হইয়া শাস্ত্রীয় প্রথা অনুসৃত হইবে। পরিশেষে আমরা পুনরায় কহিতেছি, যাঁহারা এই সকল বিবেচনা করিয়া মীমাংসা কার্য্যে সমর্থ হইবেন, বেদান্তবাগীশ তাহুন যে কোন মধ্যস্থ মানিবেন, আমরা বিরুক্তি না করিয়া তাঁহাদিগের কৃত মীমাংসা শিরোধার্য্য করিয়া লইব।

পুস্তকপ্রাপ্তি।

এ সপ্তাহে নিম্নলিখিত পুস্তকদ্বয় আমাদিগের হস্তগত হইয়াছে।

১। ধনবিধান। ইংরাজীতে "ইকি ... অব ... " নামে যে গ্রন্থ আছে, বারাসতের অন্তঃপাতী নিবাধইর শ্রীযুক্ত বাবু ... গোপাল চন্দ্র দত্ত ... অবলম্বন করিয়া ... গ্রন্থের সঙ্কলন করিয়াছেন। ... আজিও ... কেহ ... করেন ... গোপাল ... চেষ্টা। ... আমরা ... উদ্যা ... লিখিয়া ... আছে ... বিজ্ঞাপনের ... ইহাতে নিয়মিত ... কথা ... প্রায় প্রত্যেক পাঠেই উদাহরণ ... নীতিগর্ভ অনেক কথা আছে। ... বাণিজ্যাদি ... গ্রন্থে ... নীতিগর্ভ ... কথা ... তাঁহাদিগের অনুমোদিত হইয়াছে ... কেবল ...

২। ... শ্রীযুক্ত যদুনাথ ... ইহার প্রণেতা। ইহাতে ... সঙ্কলন করা হইয়াছে। ... পরিশ্রম করিয়াছেন, কিন্তু ... তাঁহার ... বাইতেছে না।

বিবিধ সংবাদ।

২৪এ অগ্রহায়ণ সোমবার।

... বলেন, সম্প্রতি আরার ... ২ ... জন ইউরোপীয় সৈনিক ও তাহাদিগের স্ত্রী ইউরোপ ... আসিয়াছে। ইহারা আপাততঃ ... থাকিবে। এবার অপেক্ষা ... সৈন্য আসিতেছে কারণ কি?

... আরও বলেন ৭১ ... ইংলণ্ডে প্রতি ... পাইয়াছে। ...

... তাহা ... উৎকৃষ্ট বলিয়া নির্ণীত ... সাহেব এই চায়ের ... করে শুনিব এদেশে ... পর হইয়াছে ... ইহাদিগের ...

... রোগীর ... কেন ... করেন। ... কি ইহাদিগের ... শিক্ষা হইয়াছিল?

বোম্বাই ... করায় সম্পাদকগণ ... কিন্তু তিনি ... ব্যক্তি ... প্রাপ্ত হইবেন। ...

[illegible]

[illegible] সংবাদ [illegible] অতএব [illegible] কোম্পানির [illegible] শোধা [illegible] জন্য [illegible] [illegible] উহাদিগকে সাধারণ মোকদ্দমার [illegible] ও আইনসঙ্গত বাকিতে ইষ্ট [illegible] দেওয়া হইয়াছে। [illegible] গবর্ণমেণ্ট [illegible] তাহাদিগকে উত্তম কর্ম্ম দিবেন। [illegible] গ্রাহেম [illegible] প্রভৃতি স্থানে কি এপ্রকার [illegible] স্থাপন করিতে [illegible] হই-তেছেন [illegible]।

[illegible] নিবাসী [illegible] মিত্র (এ ব্যক্তি [illegible] মিত্রের [illegible]) আপনার রক্ষিত বেশ্যার উপর বিরক্ত হইয়া তাহাকে [illegible] লইয়া গিয়া বধ করিয়াছিল। বেশ্যার [illegible] ছুরিকা প্রহার করিবার সময়ে [illegible] রক্ত [illegible] যে তাহা [illegible] স্থানে লুকাইয়া রাখে, পুলিস কর্ম্মচারিরা [illegible] সেই মধ্যে [illegible] পত্র পাইয়া তাহাকে ধৃত করিয়া বিচারার্থ সমর্পণ করেন। করাশী প্রধানতম বিচারালয় তাহার প্রাণ দণ্ডের আজ্ঞা দিয়াছেন। অপরাধী [illegible] আপীল করাতে [illegible] তাহার প্রাণ দণ্ড হইতেছে না। [illegible] যদি [illegible] না হইলে সে [illegible] নিকট [illegible] প্রার্থনা করিবে।

[illegible] পুর্ব্বোক্ত হইল।

[illegible] প্রধানতম বিচারালয়ে [illegible] আপীল [illegible] হইবেন, [illegible]

[illegible]

[illegible] নিযুক্ত হইবেন।

[illegible] পাশ্চাত্যের [illegible] রাজা [illegible] ভারতবর্ষের [illegible] কোম্পানিকে [illegible] বিক্রয় করিয়া দিয়া [illegible] লক্ষ টাকার দাবি দিয়া নালীশ করেন। তত্রত্য সদর আদালত নিকটে [illegible] মোকদ্দমা হইয়া প্রমাণ হইল তিনি ২৫ [illegible] টাকা মাত্র পাইবেন। রাজা প্রায় ৫০০ [illegible] সাক্ষী মানাইয়াছিলেন। এই মোকদ্দমা [illegible] হইয়াছে।

উত্তমপত্রের পারিসন্থ সংবাদ দাতা [illegible] [illegible] ইংরাজ [illegible] বলিয়াছেন [illegible] বিভাগে একণে ৩৯,৫০,০০৫ মুদ্রা [illegible] আছে। [illegible] শীঘ্র [illegible] প্রাপ্ত হইবার সম্ভাবনা।

[illegible] ইংলণ্ডের আমেরিকার উত্তর বিভাগের সহিত যুদ্ধ হইবার সম্ভাবনা হইয়াছে। তাহা হইলে [illegible] ও ইংরাজদিগের [illegible] স্বাধীনতাপ্রিয়-তাকে [illegible] করিবে।

আমরা অবগত হইলাম এ [illegible] [illegible] বিচার হইল না। [illegible] হইতে [illegible] আসিয়াছে তাহা ইংরাজীতে অনুবাদিত না হওয়া ইহার কারণ।

২৫এ অগ্রহায়ণ মঙ্গলবার।

[illegible] সমারোহে [illegible] বালিকা বিদ্যালয়ের পরীক্ষা হইয়া গিয়া-ছে। আমরা [illegible] বিষয়ে পরীক্ষা [illegible] উপস্থিত হইতে এবং [illegible] এ সম্বা-দ দিতে পারি নাই। অনেক [illegible] সভাস্থলে উপস্থিত ছিলেন। [illegible] বালকের [illegible] পুরস্কার [illegible] [illegible]

[illegible]

[illegible] করিলেন না।

[illegible]

[illegible] হইয়াছে [illegible] সহিত [illegible]

[illegible]

ছিলেন না। ভারতবর্ষ ব্যতিরিক্ত অন্য কোন দেশে পাতিব্রত্যের এরূপ সচরাচর উদাহরণ পাওয়া যায় না।

কল্য বেলা দুই প্রহরের সময়ে একটী হস্ত স্ত্রীলোক চাঁপাতলার বাটিতে জল আনিতে গিয়া জলমগ্ন হইয়া প্রাণত্যাগ করিয়াছে। তাহারা শুনা গেল চাঁদনির বাগানে এক কোঁ-তুর একটি ঘানিগাছ জলে ফেলা ছিল। কোন এক জেলেকে সেই ঘানিগাছ তুলিয়া দিতে কহে। জেলে জলে ডুবিয়া যেমন ঘানিগাছটি তুলিবে অমনি গাছটি ঘুরিয়া তাহার হাতের উপর পতিত হয়। হাত আটকিয়া যাওয়াতে উঠিতে না পারিয়া প্রাণত্যাগ করিয়াছে।

আমরা শুনিলাম লার্ড এলগিনের প[দ] ত্যাগের জ[ন] [র]ব অলীক, তিনি আগামি ফে-ব্রুয়ারি মাসে উত্তর পশ্চিমাঞ্চলে গমন করিবেন

১২ই অগ্রহায়ণ বুধবার

গত কল্য। মিচলি কটন কলিকাতায় উ[প]স্থিত হইয়াছি। রণতরির অধ্যক্ষ সর জে[ম]স হোপ আত্মাকথালী হইতে যাত্রা করিয়া[ছে]ন।

বঙ্গদেশাইষ্ট অবসান করেন, ডু[ন]ও সাহেব এডমন্ষ্টোন সাহেবের কর্মে নিযুক্ত হইবেন।

উক্ত পত্র বলেন, ৭২ পদাতি ইউরোপীয় সৈন্যদলের ৫ নামে এক জন সৈনিক এক জন সহচরকে বধ করিয়া পলায়ন করে। এক বণিক তাহাকে ধরিবার চেষ্টা করাতে সে তাঁহাকে গুলি করে, বণিক তাহাতে বিশেষ আঘাত প্রা[প্ত] না হইয়া অপর আর এক ব্যক্তির সাহায্যে তাহাকে ধৃত করিয়াছে। এই হতভাগ্য [illegible] মিরাটে ফাঁশী হইবে।

সি[ন্ধু] [illegible] পতিত ভুমি চা-র নিমিত্ত দত্ত [illegible]।

জিলার	কানিত
আসাম [illegible]	১১৭২৮
কাছাড় [illegible]	৫,৯৫৭
দারজিলিং [illegible]	[illegible]
[illegible] ১৮৬১ [illegible]	২০,৮৭৩

প্রায় [illegible] ভুমি দেওয়া হইয়াছে, ইহার [illegible] ৬,৭০০ বিঘা প্রায় ৯৪

হইয়াছে তথাপি [illegible] পতিত-ভুমি ২ বলিয়া স্বীকার করিতে চাহেন না।

[illegible] সর্বসাধারণের আবেদন ক্রমে দেশ [illegible] হইতে হইবে ইব-কম টাক্স এক কালে ৫০,৭০০ টাকা ব্যয় করিয়াছেন।

সম্প্রতি বেলিয়া ঘাটায় একটী বাটী ভগ্ন হইয়া কয়েক ব্যক্তির প্রাণ বিনষ্ট হইয়াছে। ইহারা সকলেই দরিদ্র মজুর।

গত ডিসেম্বরের শেষে প্রা [illegible] সর মর্ডান্ট ওয়েলসকে বলিয়াছেন, মাজিষ্ট্রেটেরা অতি সামান্য সামান্য মোকদ্দমা সেসিয়নে প্রেরণ করিয়া জুরির কার্য্য বাড়ান। তাঁহাদিগের নিজে এসকল মকদ্দমার নিষ্পত্তি করা কর্ত্তব্য। সর মর্ডান্ট ওয়েলস তাঁহাদিগের মতে অনুমোদন করিয়া প্রধান বিচারপতি ও লেপ্টনণ্ট গবর্নরের নিকটে তাঁহাদিগের পত্র প্রেরণ করিয়াছেন। সকলেই আপন আপন কষ্টের হস্ত হইতে মুক্তি লাভের চেষ্টা করে।

টাইম্‌স অব ইণ্ডিয়া শ্রবণ করিয়াছেন সর বার্নেস পিকক আর একটী করহবি সং-ক্রান্ত মকদ্দমায় যে মত প্রকাশ করিয়াছেন তাহা বিল সঘটিত মোকদ্দমা কালীন প্রকাশিত মতের সম্পূর্ণ বিপরীত। বিশুদ্ধ অনুসরণ করিয়া কার্য্য না করিলে এরূপ " উন্মাদগ্রস্ত রোগীর " প্রলাপ বাক্যই থাকে।

ভারতবর্ষ হইতে ক্রমশঃ অধিক পরিমাণে তুলা লিবরপুলে যাইতেছে। এ বৎসর ১৬,০০,০০০ বস্তা গিয়াছে, আগামি বর্ষে অধিক যাইবার সম্ভাবনা আছে। এই তুলা ঐ দেশে রাখিয়া এইখানেই [illegible] [illegible] ভারতবর্ষের কি মঙ্গলই [illegible]!

[illegible] অগ্রহায়ণ [illegible]।

[illegible] বলেন, [illegible] চীর ভয় করা [illegible]। [illegible] টিত কার্য্যাধ্যক্ষদিগের [illegible] ছিলা। গবর্ণমেণ্ট [illegible] করেন? যদি তাহার [illegible] চীর ভয় করিয়া [illegible] বরং তাহার রক্ষিত [illegible]।

উক্ত পত্র আরো [illegible]

[illegible] গোয়ালিয়রে [illegible] গৃহীত হইয়াছেন।

হিল স পত্রের একজন পত্র প্রেরক [illegible] সিন্ধু অঞ্চলের [illegible] কি না [illegible] এবিষয়ের এক রিপোর্ট চাহিয়াছেন। [illegible] র রবর্টসন ও কর্ণেল টেলরের রিপোর্টের উ[illegible] রে এই কার্য্য নির্ভর করিতেছে। যখন [illegible] আরম্ভ হয় তৎকালে কি গবর্ণমেণ্ট [illegible] লেন?

সম্প্রতি বোম্বাই নগরে ভয়ানক ঝড় [illegible] ২৪ ঘটিকা পর্য্যন্ত বৃষ্টি হইয়া গিয়াছে।

বোম্বাইয়ের যে সকল সিবিলিয়ান, প[রী]ক্ষোত্তীর্ণ হইতে পারেন নাই, গবর্ণমেণ্ট [illegible] হাদিগকে ব্যবস্থাবিদ্যালয়ে উপদেশ গ্র[হণ] করিবার অনুমতি দিয়াছেন। সিবিলিয়ানে[র] মাঠে মারা যান কেন?

একখানি ইংরাজী পত্রে দৃষ্ট হইল, ১৮২[illegible] অব্দে ভারত বর্ষের নানা অংশ হইতে বৎস[রে] [illegible] ২৩,৩০,০০০ বস্তা তুলা আইসে। তখন [illegible] যুদ্ধায় ভারতবর্ষে ১,১০,০০,০০০ বস্তা তুলা [উৎপন্ন] হইত। প্রতি বস্তায় চারি মণ তুলা থাকি[ত]। এক্ষণে তুলার চাষ অল্প হইবার একটী [প্র]ধান কারণ আছে। ম্যাঞ্চেষ্টরের বস্ত্র সর্ব্বত্র [illegible] হীত ও দেশীয় বস্ত্র অনাদৃত হইয়াছে, [illegible] ষ্টেরে আমার ভারতবর্ষ হইতে না ল[ইয়া] আমেরিকা হইতে অধিকাংশ তুলা আম[দানি] করেন।

টাইমস অব ইণ্ডিয়ার আমেদাবাদ [illegible] স্থিত সংবাদদাতা বলেন, সিন্ধুর পালা [illegible] জের খাল খনন সাধ্যায়ত্ত কি না, [illegible] নিশ্চয় করিয়া একজন ইংরাজ ইঞ্জিনিয়র[কে] তদ্বিষয়ে রিপোর্ট করিতে বলিয়াছেন। [illegible] হয়, ইংলণ্ডে যাইয়া পালাশ্মির এই সংস্কার [illegible] দিয়াছে। কেনেকিয়ানী নদ [illegible] র ইঞ্জিনিয়র বলিয়াছেন অতিরিক্ত [illegible] খনন সম্পন্ন হইতে পারিবে। [illegible] ভারতবর্ষীয় [illegible] করাসী কোম্পানি[illegible] [illegible]

[illegible] [illegible] দ্বীপের [illegible] হইতে [illegible] [illegible]

ক্ষকতা করিবেন না। রাজা উৎকৃষ্ট উপায় অবলম্বন করিয়াছেন।

গবর্ণমেণ্টের ভিন্ন ভিন্ন ধনাগারে নিম্ন লিখিত টাকা জমা আছে:—

ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের	৫,৭০,২২,০৬৯
বঙ্গদেশীয়	১,৮০,৩০,৯২৭
উত্তর পশ্চিমাঞ্চলের	২,৪৭,২৮,৭০০
পঞ্জাবের	৮৬,০৪,৫৩১
বোম্বাইয়ের	২,৩৯,২০,৪০৯
মধ্যভারতবর্ষের	৪০,৭১,৯৯৩
চাকিপাত্তোর	১২,৩০,৮৫২
মান্দ্রাজের	২,১৪,০৮,৮৫৬
মোট টাকা	১৫,৯৪,৯৯০১২

ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট কয়েক মাসাবধি প্রতিমাসে ৫০ লক্ষ করিয়া লইতেছেন। সম্প্রতি তবাক্‌র শুল্ক প্রভৃতির জন্যও কিঞ্চিৎ গিয়াছে। ইহাতেই বোধ হইতেছে হঠাৎ ১৯ কোটি হইতে ১৫ কোটি হইয়াছে। যাহা হউক গবর্ণমেণ্টের ইহার কারণ প্রদর্শন করা কর্ত্তব্য।

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া বলেন ইউল সাহেব হায়দরাবাদের সাক্ষিবিগ্রাহিক হইয়াছেন।

উক্ত পত্র আরও বলেন আগরার সদর জজেরা গাজিপুরের জজের উপর অসন্তোষ প্রকাশ করিয়াছেন। এই কি দণ্ড? এতদ্দেশীয় সমাজ কি এই দুর্ব্বৃত্ত সিবিলিয়ান বিচারপতির নিষ্ঠুরতা সহ্য করিবেন?

২৮এ অগ্রহায়ণ শুক্রবার।

সর বার্ণেস পিকক আপীল সংক্রান্ত কার্য্য ত্যাগ করিয়া সোমবার অবধি অন্য কার্য্য করিবেন। সর চার্লস জাকসন আপীল সংক্রান্ত কার্য্যে যাইতেছেন।

পুনা অবজার্ভর বলেন "আফ্রিকায় নিয়ম আছে কোন যুবক যত দিন পর্য্যন্ত যুদ্ধে শত্রুকে বধ করিতে না পারে তত দিন তাহার বিবাহ অথবা তাহাকে মনুষ্য বলিয়া গণ্য করা হয় না। ইয়ং বেঙ্গালের প্রতি কি এ নিয়ম খাটে না? যাহা ধরা যাক্ শিয় স্বভাব ও ক্ষমতার বহির্ভূত। কিন্তু আমরা প্রস্তাব করিতেছি, যতদিন পর্য্যন্ত নব্য বাঙ্গালী এক মিথ্যা মোকদ্দমা উত্থাপিত করিয়া জাল দলিল, মিথ্যা সাক্ষী ও নিজে অর্দ্ধেক মিথ্যা বলিয়া যাবতীয় বিচারালয়ে ও আপীল আদালত পর্য্যন্ত জয়ী হইয়া আমলাদিগকে উৎকোচ দিয় নিজে কিঞ্চিৎ লইতে না পারিবেন, ততদিন তাহাকে বিবাহ করিতে দেওয়া উচিত নহে। মিথ্যা করিয়া মকদ্দমায় জয় লাভ করিবার অধিকারটী এতদিন বাঙ্গালিদিগের হস্তগত ছিল যথার্থ বটে পুনা অবজার্ভর মিথ্যা বলেন নাই, কিন্তু ব্রিটিশ কর্ম্মচারীরা এদেশে আসিয়া বাঙ্গালিদিগের ফুলকলির সহিত ঐ অধিকারটী গ্রহণ করিয়া লইয়াছেন। পুনা অবজার্ভর নীলকমিসনের রিপোর্ট দেখিলেই আমরা সত্য কি মিথ্যা বলিতেছি জানিতে পারিবেন পুনা অবজার্ভর ওরূপ প্রস্তাব না করিয়া যদি এরূপ প্রস্তাব করিতেন যে বাঙ্গালিরা যাবৎ ধন ধন তোপদান ও ছাপার ন্যায় আত্মত্যাগি দ্বারা বিচারপতিদিগকে ভুলাইতে না শিখিবেন, তাবৎ বিবাহ করিতে পারিবেন না, তাহা হইলে তিনি নিঃসন্দেহ ধন্যবাদ পাইতেন।

৫৭

গতকল্য টৌনহালে একটী ভোজ ও নৃত্য হইয়া গিয়াছে। প্রায় ছয়শত ব্যক্তি তথায় উপস্থিত ছিলেন। সকেসায়ারের মজুরদিগের সাহায্যের জন্য এই ভোজ হয় নিমন্ত্রিত ব্যক্তিরা প্রত্যেকে ৫০ টাকা দিয়াছেন। স্পেন্স ও উইলসনের হোটেল হইতে তাঁহারা বিনা ব্যয়ে আহারীয় দ্রব্য পাইয়াছেন।

ছোট নাগপুর হইতে একজন মিনিক পত্রে লিখিয়াছেন নিয়ম বহির্ভূত প্রদেশেও কানষ্টাবুলরি পুলিশ হইতেছে। ওদিগে বঙ্গদেশে হাবড়া পর্য্যন্ত উক্ত পুলিশ হইয়াছে।

উক্ত পত্রপ্রেরক বলেন ছোটনাগপুরের রাজার পাঁচেতের সহিত বিবাদ হওয়াতে উভয়ে গবর্ণমেণ্টের নিকটে আবেদন করিয়াছেন। আপনাদিগের গৃহ বিবাদ আপনারা নিষ্পত্তি করিয়া লওয়াই মুখ্য কল্প, তাহা পারিলে মান, মর্য্যাদা ও স্বাধীনতা প্রভৃতি সমুদায় রক্ষা হয়, তাহা না পারিলে পরস্পর বিবাদ করিয়া উৎসন্ন না হইয়া এই উপায় অবলম্বন করা মন্দ নহে।

টাইমস অব ইণ্ডিয়ায় কলিকাতাস্থ সংবাদ দাতা বলেন রাজা দিনকর রাও পরিশ্রম সহকারে ইংরেজী অধ্যয়ন আরম্ভ করিয়াছেন। রাজা এক্ষণে বার্ড়া পাঠ ও শ্রেণীতিবদ্ধ পুস্তক পাঠ করিতেছেন।

মান্দ্রাজ টাইমস বলেন, সম্প্রতি ...বাসিরা (ইহারা সকলেই ...) ... পর্ব্ব উপলক্ষে রাত্রিতে মহাসমারোহে ... শিবির ও নগরদিয় গমন করাতে ...দিগের সহিত অন্য অন্য শ্রেণীর ঘোরতর ... হইয়াছে। দক্ষিণ ভারতবর্ষ ভিন্ন অন্যত্র ... প্রাপি এক্ষণে ধর্ম হইয়া প্রায় বিবাদ ... বঙ্গদেশে কেবল একটু কুস্থান আছে। সর্ব্বদা ধারণে শুনিয়া বিস্ময়াপন্ন হইবেন গাড় রাখে, কোন হিন্দু বাজনা বাজাইয়া যাইলেই তথাকার মুসলমানেরা মারামারি করে।

বেথুন সোসাইটিতে গত কল্য বাবু কিশোরীচাঁদ মিত্র ... স্ত্রীলোকদিগের অবস্থার বিষয়ে এক ... পাঠ করিয়াছেন প্রস্তাবের কাল উক্তীর্ণ হইয়া কার্য্যের কাল কবে আসিবে?

২৯ অগ্রহায়ণ শনিবার।

হিন্দিক বলেন, ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট আরবদেশ হইতে ২৫ টী উত্তম অশ্ব আনিবার জন্য কাপ্তেন কুপার ও একজন অশ্ব চিকিৎসককে প্রেরণ করিয়াছেন। এই সকল অশ্বের জন্য গবর্ণমেণ্ট ৩৭,৫০০ টাকা প্রদান করিয়াছেন। এই অশ্বদ্বারা এদেশে উৎকৃষ্ট অশ্ব উৎপাদন করা এই চেষ্টার মুখ্য উদ্দেশ্য। এদেশের লোককে বলবান করিবার কি চেষ্টা হইতেছে?

মান্দ্রাজ টাইমস বলেন, তত্রত্য আডমিনিষ্ট্রেটর জেনেরলের উপর সকলে বিরক্ত হওয়াতে উক্ত পদ উঠিয়া যাইবে। অনাবশ্যক পদ উঠিয়া গিয়া ব্যয় সংক্ষেপ হয়, ততই মঙ্গলের বিষয়।

সম্প্রতি মান্দ্রাজের প্রধান বিচারালয়ের রেজিষ্ট্ররের কার্য্যারম্ভকালে সর ... বলিয়াছেন এবার অল্পসময়ের মধ্যে সেসন ... অনুষ্ঠিত হইয়াছে। ৫০।৬০ জন লোক ... আছে। এক বেশ্যা ও তাহার উপপতি ... এক ব্যক্তিকে বধ করিয়া তাহার ... ইয়া রাখে। এক বণিক এক ...কে টাকা

নষ্ট দিতে যাওয়াতে ... তাহাকে
... করিয়া রাখে ... করিয়া
... আর এক বার ... নূতন
... করিয়া ... এক ... ধারার মত
... উদ্দেশে ... আরের ... গৌর খন
... এবং কাটা ... ছিল ... জানিয়া
... তাহার ... কয়েক জন
... লক্ষটাকা ... কন্যা ... উপদেশ
... হইয়া ... জন নদের
... পলা ... এতদ্ভিন্ন
... চুরি প্রভৃতি ... আছে। প্রধা
... জেলে ... ধায়কের অন্য
... কল্পে ... দেশ রূপে ভর্
... দিয়াছেন। ... অবস্থা সর্ব্বত্র
... বঙ্গদেশে ... এক জেলা আছে
... অর্থ ব্যয় ক ... মধ্যে মধ্যে
... বাটীতে আসিতে

... ধর্ম্মের ত ... শত্রু উপস্থিত
দেখা যাইতেছে। ... বিলপকোলো
... বাহিরে ... আছে, ছয় লক্ষ
... অস্ত্রধারী লোক দুই ... মধ্যে বিলর দেশ
... করে। ... লক্ষ সৈন্য তথায়
... পক্ষে ২ ... লোক অবশ্যই
... থাকিবে। দুইটি ... এত লোক কোন
... নির্দিষ্ট স্থান ... যাইতে পারে না।
... শতাব্দীর ... পণ্ডিত বণ্ডলীর অনে
... ধর্ম্মকে ... বলিয়া স্পষ্ট লিখিয়া
... কিন্তু ... নিবন্ধন সমুদায়
... বিশ্বাসিত হইয়া ... পুনর্ব্বার পূর্ব্ব সং
... এখন ... তাঁহার স্বাধীন চি-
... আরম্ভ করিতে ... ইংলণ্ডীয় ত্রিটিশ
... নিয়ম ... ধর্ম্মের অনার
... সপ্রমাণ করিয়া ... বাহারা
... যে ধর্ম্মের উপাসক ... এখন বিপক্ষতা
... করিতে আরম্ভ করি ... তখন খ্রীষ্ট ধর্ম্মে
... দশা হইবে স্পষ্ট বোধ
... হইতেছে। ... দিন ...
... পাইবে ... বিশেষে ব্রাহ্ম ধর্ম্মেরই
... হইবে।

নেপল্‌সের ... রাজ্ঞী পুনর্ব্বার বীর
... স্বামীর সহবাসে ... সমস্ত হইয়াছেন।
... কুমারী ... ।

আকাশ ... পত্রে ব্যক্ত হইল রাজা
ইমানিউএলের দ্বিতীয় পুত্র রাজকুমার আম
দ্দয়স গ্রীসের রাজা হইবেন। ১৮৩২ অব্দের
সন্ধি অনুসারে রুস ইংলণ্ড ও ফ্রান্সীয় রাজ
বংশীয় কেহ উক্ত দেশের সিংহাসন পাইতে
পারিবেন না। গ্রীকেরা আর কোন বংশী
কে লইবেন না। ইটালী এক্ষণে ইংলণ্ডের
স্বাধীন অতএব রাজকুমার আমদ্দয়স সিং
হাসন না পাইলে আমাদিগের বড় ... অসম্ভাবিত নহে।

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা

২৩ এ অগ্রহায়ণ শনিবার।

অ্যাস্লেন সাহেব কলিকাতার শুল্ক আদায় সংক্রান্ত বিলের সিলেক্টকমিটির রিপোর্ট অর্পণ করিলেন। এই বিল নিষ্প্রয়োজন বোধ হওয়াতে পরিত্যক্ত হইল।

পল্লীগ্রামে একের অথবা কয়েক ব্যক্তির অপরাধে দাঙ্গা হইলে গ্রামের সমুদয় লোকের জরিমানা করিবার বিলের বিষয়ে সিলেক্ট কমিটি যে রিপোর্ট করিয়াছেন, ইডেন সাহেব তাহা সভায় অর্পণ করিয়া বলিলেন এখন ইহার আবশ্যক তা নাই। মেটকাফ ও পিটর্সন সাহেব ইহার প্রতিবাদ করিলেন। কিন্তু সভাপতি ও অন্য অন্য সভ্য একমত হওয়াতে বিল অগ্রাহ্য হইল। মেটকাফ সাহেবের প্রস্তাবানুসারে পিটর্সন সাহেব কুলি প্রেরণের বিলের সিলেক্ট কমিটির এক জন সভ্য হইলেন।

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

২৬ এ অগ্রহায়ণ বুধবার।

মেইন সাহেব কয়ার তলের বিলে সিলেক্ট কমিটির রিপোর্ট প্রদান করিলেন। তিনি ইহার বিষয়ে ভাল মন্দ কিছুই বলিলেন না।
তিনি আবার ১৮৬১ অব্দের ২৯ আইন সংশোধন বিষয়ক এক বিল অর্পণ করিবার অনুমতি চাহিলেন।

হ্যারিংটন সাহেব ফৌজদারি মকদ্দমা করিবার আইনের সংশোধন বিষয়ক বিল অর্পণ করিলেন।

সাধারণ কার্য্যের জন্য ভূমি লইবার বিলের যে সিলেক্ট কমিটি হইয়াছেন, ডিটিক উইলিয়ম সাহেব তাহার এক জন সভ্য হইলেন।

ইউরোপীয় সমাচার।

ইংলণ্ড। ইংলণ্ডেশ্বরী স্বরাজ্যে প্রত্যাগমন করিয়াছেন, আগামি বসন্ত কালে যুবরাজের বিবাহ হইবেক। রাজকুমারী আলেক জান্দ্রিনা রাজ্ঞীর নিকটে বাস করিতেছেন; কিন্তু যাবৎ বিবাহ না হয়, তাবৎ রাজ্ঞী রাজকুমারকে আলেকজান্দ্রিনার সহিত সাক্ষাৎ করিতে নিষেধ করিয়াছেন। রাজকুমার তাঁহার ভগিনী ও ভগিনীপতি এক্ষণে ইটালীতে আছেন। এমত জনরব যে লর্ড পামর্ষ্টন পদ ত্যাগ করেন, এ সব কারণ ডি ইস্রেলি মহোদয় আমাদিগের ত্রিটিশ উপায় অধিকৃত হইবেন। সম্প্রতি অত্যন্ত প্রাচুর্য হইয়াছে।

ফ্রান্স। সম্রাট নেপোলিয়ান আমেরিকায় যুদ্ধ স্থগিত করিবার জন্য রুশীয় ও ইংলণ্ডের গবর্ণমেন্টের নিকট প্রস্তাব করেন, কিন্তু তাঁহার তাহাতে সম্মত হন না।

প্রসিয়া। রাজার প্রজার সহিত বিবাদ অত্যন্ত হইয়াছে। রাজার জ্যেষ্ঠ পুত্র তাঁহার কার্য্যে প্রতিবাদ করিয়াছেন। উক্ত দেশে রাজ বিদ্রোহ ঘটিবার সম্ভাবনা।

গ্রীস। গ্রীসের বাসিপ্রজারা রাজার সম্পদায় তার স্বহস্তে গ্রহণ করিয়াছেন। কোন ব্যক্তি তথাকার রাজা হন নিশ্চয় নাই। বোধ হয় গ্রীস দেশীয় রাজকুমার ইপসিলান্টি রাজা হইতে পারেন।

ইটালি। গারিবাল্ডি অনেক সুস্থ হইয়াছেন। ফ্রান্সের সহিত ইটালির পূর্ব্ববৎ সোহার্দ্দ নাই। সম্রাট নেপোলিয়ন রোম সেনাপতির পদ পরিবর্ত্তন করাতে রাজা ভিক্টর ইমানিউএল সপক্ষে অনেক জন প্রতিনিধিকে ... দিয়াছেন রোম নগরকে রাজধানী করিবার জন্য যদি তাহাকে যুদ্ধ ও জীবন পর্য্যন্ত অর্পিত হয় তিনি তাহাতে পরাঙ্মুখ নহেন। এক্ষণে ইটালিতে সর্ব্বশুদ্ধ চারি লক্ষ সেনা হইয়াছে। ক্রমাগত বন্দীরা মুক্ত আসিতেছে। আমেরিকা হইতে কোন বিশেষ সংবাদ আইসে নাই।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গাল দেশীয় লেপ্টেনেন্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

২৫ এ নবেম্বর—নওদীয় ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর মৌলবী দীন মহম্মদ মেদিনীপুরে মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

২৯ এ নবেম্বর—এ. কে ডোর্স সাহেব ... শ্রীপুরের ডেপুটি কমিশনর হইবেন।

কাপ্তেন, টি, লাম্ব মুংগেরের ডেপুটি কমিসনর হইবেন।

লেপ্টিনেন্ট এচ, জোন্স সাহেব গোয়ালপাড়ার প্রতিনিধি ডেপুটী কমিসনর হইবেন।

এখন গণিত বঙ্গদেশীয় পুলিষ সেনাদল যুদ্ধ কার্য্য সম্বন্ধ করিবার নিমিত্ত নিম্ন লিখিত আফিসরের তত্ত্বাবধানে কার্য্য করিবেন—

লেপ্টিনেন্ট এচ, তর্বলিক-এক্ওয়ার্ডস।
" সি, এফ, উডরফ।
" এচ, এচ, ডলজ্যন।
" সি, এম, গ্রান্ট।

ঢাকার ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু রামকুমার বসু উক্ত জেলার মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

১লা ডিসেম্বর—শিরাজগঞ্জ ... কমিশ...

[illegible] সাহেবের উক্ত জেলার [illegible] পাইবেন।

[illegible] ডেপুটি কালেক্টর [illegible] উক্ত জেলায় ১৮৫৪ অব্দের ১৩ আইন অনুসারে ডেপুটি ম্যাজিষ্ট্রেট হইয়া ফৌজদারি আইনের [illegible] দ্বিতীয় শ্রেণীর অধীন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

পুরীর [illegible] বাবু [illegible] সিংহ উক্ত জেলার চলিত [illegible] রেজিষ্টর হইবেন।

৩রা ডিসেম্বর—সি, পি, [illegible] সাহেব [illegible] ও গবর্ণমেণ্টের প্রতিনিধি উকীল হইবেন।

জে, পি, এচ ওয়ার্ড সাহেব [illegible] প্রতিনিধি ম্যাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

জে, সি, [illegible] সাহেব আরঙ্গাবাদের ভার প্রাপ্ত হইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে প্রথম শ্রেণীর অধীন ম্যাজিষ্ট্রেটের ও ১৮৫৫ অব্দের ১০ আইনের ১ ধারা এবং ১৮৫৯ অব্দের ১০ আইন অনুসারে ডেপুটি কালেক্টর হইয়া সেসিয়নে সমর্পণ করিবার উপযুক্ত মোকদ্দমার প্রথম বিচার করিতে পারিবেন।

ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু রাধাগোবিন্দ দাস বঙ্গদেশীয় [illegible] কমিসনরের অধীনে কর্ম্ম কর[illegible] এবং যশোহর, ২৪ পরগণা, পাবনা, ফরিদপুর ও বাকরগঞ্জে ম্যাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

ই, জি, [illegible] সাহেব জামালপুরের ভার পাইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে প্রথম শ্রেণীর সহকারী ম্যাজিষ্ট্রেটের ও ১৮৫৫ অব্দের ১০ আইনের ১ ধারা ও ১৮৫৯ অব্দের ১০ আইন অনুসারে ময়মনসিংহে ডেপুটি কালেক্টরের ভার পাইলেন। তিনি আরও সেসিয়নে সমর্পণ করিবার মোকদ্দমার প্রথম বিচার করিতে পারিবেন।

জে, [illegible] সাহেব ঢাকার ম্যাজিষ্ট্রেট ও কালেক্টরের সহকারী হইবেন।

এচ, এল, ডাম্পিয়র সাহেব বারাসতের ভার পাইয়া, ২৪ পরগণার ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের ভার পাইবেন।

এচ, সি, বি, সি, [illegible] সাহেব [illegible] ভার পাইয়া চম্পারণে ম্যাজিষ্ট্রেট ও কালেক্টরের ক্ষমতা পাইবেন।

রেবরেণ্ড রবার্ট পরির শ্রীহট্টে বিবাহের রেজিষ্টর হইবেন।

রেবরেণ্ড জে, এ, পেজ বাকরগঞ্জে বিবাহের রেজিষ্টর হইবেন।

৪ঠা ডিসেম্বর—ডবলিউ, [illegible] সাহেব প্রেসিডেন্সি কালেজের ধর্ম্মনীতি ও মনোবিজ্ঞান ও ন্যায় শাস্ত্রের প্রতিনিধি অধ্যাপক হইবেন।

নিম্ন লিখিত ভদ্র লোকেরা চট্টগ্রামের সাধারণ বিদ্যা শিক্ষা সভার সভ্য হইবেন।—

এফ, এ, এলফিনষ্টোন, [illegible] সাহেব

কাপ্তেন জে, এফ, গ্রেহাম।

জে, ই, [illegible] সাহেব।

বাবু [illegible] রায়

[illegible] রায়।

[illegible] লালা।

মৌলবী [illegible] মুর্শিদাবাদে ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইয়া উক্ত জেলার প্রথম শ্রেণীর অধীন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

৫ই ডিসেম্বর—ডবলিউ, জে, আলেন সাহেব [illegible] হইবেন।

৬ই ডিসেম্বর—নিম্ন লিখিত ভদ্র লোকেরা পরীক্ষক সভার সভ্য হইবেন।—

ডবলিউ, এস, [illegible] সাহেব, সি, বি।

ই, জি, [illegible] সাহেব।

জে, পি, [illegible] সাহেব।

জে, এস, [illegible] সাহেব কুমিল্লার সাধারণ বিদ্যা শিক্ষা সভার সেক্রেটারি হইবেন।

নিম্ন লিখিত ভদ্র লোকেরা কলিকাতার অবৈতনিক ম্যাজিষ্ট্রেট হইবেন।—

ফ্রেডারিক জে [illegible] সাহেব

উইলিয়ম, পিটর

জন, [illegible]

বাবু গিরিশচন্দ্র ঘোষ রঙ্গপুরের সদর আমীন ও সদর মুন্সেফ হইবেন। কিন্তু যত দিন অন্য কোন আজ্ঞা না হয় বাকরগঞ্জের প্রতিনিধি সদর আলা থাকিবেন।

প্রেরিত

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয় সমীপেষু।

জীবন চরিত প্রচারণ সর্ব্বথা শ্রেয়স্কর।

যে জনসমাজে জীবন চরিত প্রচারণ প্রথা প্রচলিত আছে তাহারই সর্ব্বতোমুখী উন্নতি এবং যথায় তাহার অভাব তাহারই অধোগতি সচরাচর দেখিতে পাওয়া যায়।

পুরাকালীন [illegible] গুণবতী রমণীগণের চরিতাবলী পাঠ করিলে অসীম আহ্লাদে কলেবর পুলকিত ও মন বিকসিত হয়, [illegible] মহিলাগণের [illegible] অপ্রতিহত [illegible] বিরাজমান রহিয়াছে। [illegible] সীমন্তিনীগণ অসাধারণ গুণ প্রভাবে স্ব স্ব পিতৃকুল ও শ্বশুর কুল অলঙ্কৃত করিয়া গিয়াছেন। বহুদিন হইল তাঁহারা অন্তর্হিত হইয়াছেন, এখনও তাঁহাদের সুচরিত লোকের [illegible] হয় নাই। কিন্তু বর্ত্তমান সময় অস্মজ্জাতির চরিত প্রচারণ রূপ যথার্থ গুণের গৌরব বর্দ্ধন প্রথা প্রচলিত না থাকাতে অধুনাতন অনেকানেক পুণ্যবতীর অনুপম [illegible] মহাত্ম্য [illegible] ন্যায় মানব সমাজে অপরিজ্ঞাত রহিয়াছে। একণে যে পুণ্যবতীর জীবন চরিত লিখিত হইতেছে তিনিই ইহার এক প্রমাণ স্থল।

১৮৪০ খৃঃ অব্দের অগ্রহায়ণ মাসে হুগলি জেলার অন্তঃপাতি [illegible] বাগাটী নামক গ্রামে ইঁহার জন্ম হয়। ইঁহার নাম নিস্তারিণী দেবী। ইনি উল্লিখিত গ্রামনিবাসী রামনাথ বন্দ্যোপাধ্যায় [illegible] করিয়াছিলেন। কিন্তু [illegible] কালে [illegible] মহাশয় পুত্র নির্ব্বিশেষে কন্যা [illegible] লন করিয়াছিলেন। নিস্তারিণী [illegible] জন্ম কালে এক অতি সামান্য [illegible] হইয়াছিলেন। তাঁহার [illegible] তাঁহার জীবদ্দশা পরিত্যাগ [illegible] কিন্তু অদ্বিতীয় করুণাময়ের [illegible] তিনি ঐ উৎকট রোগ হইতে [illegible] লেন।

নিস্তারিণী [illegible] ভগিনীদিগের উপদেশে লব্ধ হইয়া [illegible] তালপত্রে বাঙ্গালা লেখা, [illegible] একাদশ বৎসর অতীত হইলে [illegible] অন্তঃপাতী [illegible] শ্রী [illegible] নাথ চট্টোপাধ্যায় মহাশয় [illegible] জ্যেষ্ঠ পু[illegible] রামচন্দ্র চট্টোপাধ্যায়ের [illegible] হয়। বিবাহের পর তাঁহা [illegible] প্রায় [illegible] থাকিতে হইয়াছিল। [illegible] বাস ও সদুপদেশ লাভে [illegible] বিদ্যা লালসা বলবতী হওয়াতে তিনি ক্রমে বিদ্যাসাগর প্রণীত শকুন্তলা, শ্রীযুক্ত [illegible] নারায়ণ বসুর বক্তৃতা, [illegible] হিতৈষিণী পত্রিকা [illegible] অধিকাংশেরই [illegible] নৈপুণ্য লাভ করিয়াছিলেন। [illegible] প্রভৃতি সকল [illegible] তিনি ঈশ্বর প্রতিপাদক [illegible] প্রসঙ্গে সময় যাপন করিতেন [illegible] করিতেন। বিশেষতঃ তাঁর [illegible] কুসংস্কারের অধীন ছিল [illegible] এই মহাবাক্যের [illegible] বুঝিয়া ছিলেন এবং [illegible] করিয়াছিল। [illegible] অনুসারে তাঁহার [illegible] ও অন্যান্য জন তাঁহাকে (মন্ত্র) গ্রহণ [illegible] দিতে পুনঃ অনুরোধ করিলে তিনি তাঁহাদিগকে [illegible] হইয়া একমাত্র ঈশ্বরোপাসনায় [illegible] করিয়াছিলেন। তিনি সকলকেই মৃদু কথা কহিতেন এবং স্বামীর নিকট যাহা অর্থ পাইতেন তাহা দীন দরিদ্র আতুর দিগকে দান করিয়া অর্থের সার্থকতা [illegible] ছেন। আর পতিই সতী [illegible] তাঁহার স্থির সিদ্ধান্ত ছিল। [illegible] পতির আদেশ ব্যতিরেকে [illegible] অনুষ্ঠান [illegible] থাকুক তাহাতে [illegible] না।

নিস্তারিণীর [illegible] পূর্ব্ব গমন করিলে তাঁহা [illegible] থাকিতে হইয়াছিল। তথায় তিনি একবার ঘোরতর জ্বররোগে [illegible] হন। কিন্তু তাঁহার পরম বন্ধু শ্রীযুক্ত [illegible] ঘোষাল, [illegible] ও শ্রীযুক্ত [illegible] মধুসূদন [illegible] ও শ্রীযুক্ত শ্যামচাঁদ মি[illegible]

[illegible] ধর্ম্মে আস্থা লাভ করিয়াছিলেন। [illegible] তাঁহার প্রগাঢ় শ্রদ্ধা ও [illegible] ভক্তি ছিল। তিনি বৎসরে দুই তিন [illegible] উপস্থিত হইয়া সাধ্যানুসারে [illegible] শুশ্রূষা করিতেন। [illegible] স্বধর্ম্মের পুস্তক [illegible] পরিত্যাগ করিতেন না।

[illegible] বর্ষ বয়ঃক্রম সময়ে তাঁহার প্রথম [illegible] উক্ত কন্যাটীর নাম [illegible]। [illegible] বৎসর উত্তীর্ণ হইলে তিনি তাঁহার [illegible] অন্তঃসত্ত্বা হইয়াছিলেন। [illegible] তিনি একটী পুত্র সন্তান প্রসব [illegible] শ্রীমান [illegible]। [illegible] বয়সে তিনি পুনর্ব্বার গর্ভবতী হন। [illegible] কয়েকখান তিনি অত্যন্ত কষ্ট সহ্য [illegible] কিছু মাত্র আহার করিতে পা- [illegible] ত্যাগ করিতেন। ১৮৬০ [illegible] কার্ত্তিক [illegible] অত্যন্ত [illegible] রোগে আক্রান্ত হন। [illegible] চিকিৎসা [illegible] পরিশ্রম [illegible] করিয়াছিলেন। কিন্তু তাঁ- [illegible] নাই। পীড়ার [illegible] সময় তিনি [illegible] স্বামী শ্বশুর [illegible] প্রার্থনা করিলে তাঁহার [illegible] করিলেন এখন তো- [illegible] তিনি উ- [illegible] হইতেছে অনে- [illegible] কি প্রকারে ঈশ্বরের [illegible] তাঁহার [illegible] কহিলেন যে [illegible] কোন ক্রমেই [illegible] আত্মাদেরই বিষয় [illegible] পরে তোমার [illegible] কথা তাঁহা- [illegible] গর্ভবতী এক- [illegible] করিয়া কহিলেন [illegible] এবং আমার [illegible] বিদ্যালয়ে দিও [illegible] স্বামী [illegible] অতএব [illegible] সমর্পণ [illegible] তুমি [illegible] কে আসিতে [illegible] নিকট এই প্রার্থনা [illegible] এই [illegible] দিয়া কহিলেন [illegible] কি আশ্চর্য্য মৃত্যু! সেই মৃত্যু সময় [illegible] হইয়া [illegible] ইত্যাদি, [illegible] পাঠ করিলেন। [illegible] শ্বশুর মহাশয় ও অন্যান্য [illegible] বিদ্যাসাগর মহাশয়ের [illegible] তাঁহাকে [illegible] ও উচ্চ

শ্বশুর মহাশয় প্রভৃতি তাঁহার কর্ণে মন্ত্র প্রদান করিতে উদ্যত হইলেন, তখন তাঁহার স্বামী এই বলিয়া তাঁহাদিগকে নিবারণ করিলেন যে ধর্ম্মবিষয়ে তাঁহার যে কিরূপ সংস্কার ছিল এ সময় তাহার বিরুদ্ধাচরণ করিয়া তাঁহাকে বিরক্ত করা উচিত নহে। এই [illegible] সময়ে তাঁহার শ্বশুর মহাশয়ের অনুরোধ [illegible] তাঁহার স্বামী ডাক্তর [illegible] মহেন্দ্রলালের [illegible] সেবন করাইলেন। কিয়ৎক্ষণ পরে সেই ঔষধের ফল ফলিল বিশেষতঃ পরদিন প্রাতে তাঁহার গর্ভস্রাব হওয়াতে সকলেই মনে করিলেন যে তিনি এবার রক্ষা পাইবেন। কিন্তু সে আশা মৃগতৃষ্ণিকা রূপে পরিণত হইল। পরে ১৩ই কার্ত্তিক সোমবার তাঁহার মৃত্যু হইল। মৃত্যুর কয়েক দিন পর তাঁহার শ্বশ্রূ ঠাকুরাণী তাঁহার প্রদত্ত বস্ত্র খানির বিনিময়ে ১০টাকা বিদ্যালয়ে দিয়াছিলেন।

এতদ্দেশীয়েরা পূর্ব্বাপেক্ষা স্ত্রীশিক্ষা বিষয়ে যত্নবান হওয়াতে অনেকানেক ভদ্র পরিবারে বিদ্যাবতী রমণীর সংখ্যা বৃদ্ধি হইতেছে বটে, কিন্তু বিদ্যাবলে কুসংস্কার বর্জ্জিত, সচ্চরিত্র, সুশীল, ও বিশুদ্ধ ধর্ম্মের পথিক বিশেষতঃ [illegible] সময়ে পুত্র কন্যা প্রভৃতির জন্য ব্যস্ত না হইয়া পরমেশ্বরের প্রতি অবিচলিত ভক্তি প্রদর্শন ও বিদ্যালয় প্রভৃতি সৎকার্য্যে দান করিতে অভিলাষ করেন এরূপ উদারপ্রকৃতি কামিনী আমরা এই প্রথম নয়ন গোচর করিলাম।

৭ই নবেম্বর ১৮৬২। বরাহনগর।

শ্রীরামময় শর্ম্মা।

লিখিতে লোকের কথা, তুলী তুলি করে।
কিন্তু তুলী দুঃখ ভরে, আর নাহি সরে॥
হায়! আমি কিরূপেতে করিব বর্ণন।
সচনার আগে হৃদি, কেমন কেমন॥
সে যে নারী গুণবতী, গুণের সাগর।
মনে হোলে যার গুণ, বিদরে পাথর॥
হায় হায়! বসুধায়, কত গুণ তাঁর।
বর্ণ ভাবে বর্ণ হারে, ন রহে প্রচার॥
স্বভাবে স্বভাব তাঁর, এমন নির্ম্মল।
মধু ভরে ইন্দীবর, যথা চল চল॥
রূপেতে কি কব আর, গুণের আকর।
কথায় গলিত যায়, কঠিন পাথর॥
কিবা হাস, কিবা ভাষ, লজ্জা আভরণ।
অঙ্গে অঙ্গ অনুরাগ, শোভিত কেমন॥
ছিল তাঁর সদ্ভাব, ব্রাহ্ম ধর্ম্ম মন।
তাই বুঝি সর্ব্বভাবে, ছিল না যতন॥
কত শক্তি ধরে যার, কত শক্তি ধরে।
অসাধ্য কাহার সাধ্য, বর্ণন কে করে?॥
সেই রত্ন গুণবতী, হোয়ে পরিশেষ।
রুদ্দিপুরে [illegible], পূজিল পরেশ॥
কহিত ধর্ম্মের কথা, শুনিতে এমন।
যথা করে সুধাকরে, সুধা বরিষণ॥
যাঁর কেন সুধা রাশি, যে করেছে পান।
[illegible] হোত তুমি, বহিত পরাণ॥
ছিল কি [illegible], সুকুমার অতি।
সরল ভাবের পথ, ছিল তার গতি॥
কাহে কভু মিছা কথা, কুটিলতা ছল।
[illegible] তাঁর এক দিন, প্রাণ সখা সহ॥

কভুবা নাশিয় [illegible], [illegible]
[illegible] সংশয় ছিল, বলে [illegible]॥
[illegible], জীবের দুঃখ দীর্ণ দীন [illegible]
অকালের বশে হোয়, [illegible] নয়ন॥
করিতে দুঃখের ভার, মোচন তাহার।
করিতেন সাধ্যমত, তার প্রতীকার॥
স্বামীরে ভাবিত প্রাণ, আপনাকে কায়া।
সত্যের সঙ্গিনী যথা, কায়া আর ছায়া॥
কহিতে বিদরে বুক, না বহে নিশ্বাস।
উদ্ভাস কালে যাহা, করিল প্রকাশ॥
না কোন চঞ্চল, এক পলের কারণ।
ভাবিল অন্তর রোয়ে, সে ভবতারণ॥
অর্দ্ধনেত্র প্রকাশিয়ে, ধরি পতিকর।
যথা চল অস্তাচলে, বিধু সুধাকর॥
অসংখ্য কালের কর, কোন দিক দিয়ে।
ক্রোড়ে নিল মুখ চন্দ্র কেমনে টানিয়ে॥
কোন চন্দ্র অস্তগত, সুধা নাই আর।
সুধাধারা বসুন্ধরা, করে হাহাকার॥
কবি কয় প্রিয় চয়, করহ শ্রবণ।
মনেতে উদয় হয়, হোতেছে এখন॥
অধম এ মর্ত্ত্য লোক, অসার অসার।
এত কেন সুধা জ্যোতি, এখানে বিস্তার॥
যত পরিমাণে উঠা, তত পতন।
আশার অতীত হোয়ে করিল গমন॥
ভেবে দেখ সুখ [illegible] কোন তার গতি।
হরণ তাহা সুধাধর, [illegible] তার জ্যোতি॥
আর না লিখিতে পারি, লেখনী না চলে।
লিখিতে লেখনী কাঁদে, ভাসিলাম জলে॥
ক্রমে বেড়ে শোকানল, এমনি প্রবল,
হায়! বিধি যত জিসে, হইব শীতল॥

চন্দননগর

শ্রী শ না শর্ম্মা

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু [illegible] মুখোপাধ্যায় ১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত কোং ৫ টাকা

শ্রীযুক্ত বাবু শ্রীরাম [illegible] বড়বাজার ১২৬৯ আশ্বিন হইতে ফাল্গুন পর্য্যন্ত কোং ৫

শ্রীযুক্ত বাবু কাশীনাথ দত্ত [illegible] ১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত কোং ৫

শ্রীযুক্ত বাবু শ্রীনাথ চট্টোপাধ্যায় [illegible] ১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত কোং ১০

শ্রীযুক্ত বাবু হরিমোহন রায় [illegible] ষ্ট্রিট ১২৬৯ কার্ত্তিক হইতে ৭০ আশ্বিন পর্য্যন্ত কোং ১০

শ্রীযুক্ত বাবু শরচ্চন্দ্র রায় [illegible] ১২৬৯ ভাদ্র হইতে ৭০ শ্রাবণ পর্য্যন্ত কোং ১০

এই পত্র কলিকাতার দক্ষিণাংশস্থ রেলওয়ের কোং-[illegible] চাঙ্গড়িপোতায় শ্রীদ্বারকানাথ বিদ্যাভূষণের দ্বারা [illegible] প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

" প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং।

৫ ভাগ। ৬ সংখ্যা। | সন ১২৬৯। ৮ পৌষ। ইং ১৮৬২। ২২ ডিসেম্বর | [illegible] মূল্য ১ [illegible]। বার্ষিক অগ্রিম ১০ [illegible]

কলিকাতা [illegible] কোম্পানির নিক- ট আবে [illegible] [illegible] বৃত্তান্ত জানিতে [illegible] করিলে সবিবে পারিবেন

সোমপ্রব[illegible]

৮ই পৌষ [illegible]

কৃষ্ণ[illegible] [illegible] চন্দ্রকুমার তর্ক [illegible] প্রেরিত যে ব্যবস্থা ১লা পৌষের [illegible] প্রকাশে প্রকাশিত হয় [illegible] [illegible]কচন্দ্র বেদান্ত বাগীশ [illegible] একখানি প্রেরিত পত্র আমাদিগের নিকটে প্রেরণ করিয়াছেন, তাহা যথারীতি ও সংক্ষেপে লিখিত হওয়াতে আদরপূর্ব্বক গৃহীত ও [illegible]থাস্থানে প্রকটিত হইল। তর্কবা[illegible] বৃথা বা বিতণ্ডা না করিয়া যথাশাস্ত্র উত্[illegible] [illegible] করিয়া প্রশ্নকর্ত্তার সংশয় ছেদ করে

রাজাদিগের অনুরোধ।

—

. পৌষ সোমবার বেলা ১০ ঘটি [illegible]য়ে নিম্ন লিখিত পত্র খানি আমা হস্তগত হইয়াছে। পত্র পাঠ করিয়া [illegible]র নাই বিস্মিত হইয়াছি। আম [illegible] [illegible] রস ভোগ করিব, [illegible] না, পাঠকগণও তাহার [illegible] হউন এবং যাঁহাদিগের হস্তে [illegible] বন্দোবস্ত করিবার ভার আছে, ও দেখুন, কেমন [illegible] অর্জ্জন [illegible]ছেন। সে পত্র এই —

[illegible]হাশয়েষু।

[illegible] শনিবারে [illegible] আমা- [illegible] বিদ্যালয় এক [illegible] চাকরি [illegible] জন্য [illegible]ইবে, এবং আমিও [illegible] যাইব। [illegible] আগামী সোমবার হইতে আমার [illegible] [illegible] মেহেরপুরে না পাঠাইয়া

[illegible] গড়ের পাড়া" [illegible]বেন, তাহা হইলে [illegible]বেদন ইতি।

[illegible]বিধায়।

[illegible] আরো একখানি সংক্ষিপ্ত পত্র [illegible]কাশ করিলাম। যদি এতৎপত্রা কার্য্য অনুচিত [illegible] [illegible] [illegible] হইতে [illegible] পত্র এই—

সম্পাদক মহাশয়! পূর্ব্ববাঙ্গলার রেলওয়ে কোম্পানির যে কএকটী দোষ দৃষ্ট হইল, তন্মধ্যে প্রধান একটী অদ্য উল্লিখিত হইতেছে, তাঁহারা অবগত হইয়া সংশোধন করুন। যে সমুদায় টিকিট মুদ্রাঙ্কিত হইয়াছে সে সমুদায়ই ইংরেজি ভাষায় সুতরাং সাধারণের বোধগম্য নহে, সময়ে সময়ে টিকিট বিলি [illegible] দূরের ইষ্টেশনের মাসুল লইয়া নিকটের ইষ্টেশনের টিকিট দিয়া ইংরেজি ভাষায় অনভিজ্ঞ লোকদিগকে বঞ্চনা করিয়া আপনারা বিলক্ষণ লাভ করিতেছেন। প্রবঞ্চিত লোকেরা তজ্জন্য অপমানিত হইয়া দ্বিগুণ মাসুল দিয়া ত্রাণ পাইতেছে। "ইহাকেই বলে নায়ে কড়ি দিয়া ডুবে পার" এক্ষণে কোম্পানির উচিত, তাঁহারা টিকিট ইংরেজি ও বাঙ্গালা দুই ভাষাতেই মুদ্রিত করেন।

কোন আরোহী কুমার খালী

পত্র প্রেরক যে লিখিয়াছেন, এক ইষ্টেসনের মাসুল লইয়া অন্য ইষ্টেসনের টিকিট দেওয়া হয়, একথা অযথার্থ নহে। আমরা সর্ব্বদা রেলওয়েতে গমনাগমন করিয়া থাকি। প্রায়ই দেখিতে পাই, ইংরাজী [illegible] অনভিজ্ঞ আরোহীরা, কোন্ ইষ্টেসন হইতে কোন্ ইষ্টেসন পর্য্যন্ত টিকিট পাইলেন, আমাদিগকে টিকিট দেখাইয়া জানিয়া লইয়া থাকেন। টিকিটে যে গোলযোগ হয়, তাহা ও ইহার [illegible] স্পষ্ট সপ্রমাণ হইতেছে। তবে [illegible] কর্ম্মচারিদিগের প্রতি যে প্রবঞ্চনা [illegible]রোপ করিয়াছেন, আমরা তদ্বিষয়ে [illegible]

[illegible] সাধার[illegible] প্রবঞ্চক [illegible] [illegible] নহে। লোকের [illegible] [illegible]

হইয়া থাকে। যাহা হউক, পত্রপ্রেরক ইংরাজী ও বাঙ্গলা উভয় ভাষায় টিকিট মুদ্রিত করিবার যে পরামর্শ দিয়াছেন, তাহা উৎকৃষ্ট সন্দেহ নাই। রেলওয়ে কোম্পানিদিগের এ পরামর্শের অনুসরণ করা অবশ্য কর্ত্তব্য।

মফস্বলের বিচার কর্ত্তাদিগের কার্য্য ও চরিত্র দর্শনার্থ তত্ত্বাবধায়ক নিয়োগের আবশ্যকতা।

অদ্য আমরা আরো দুই খানি পত্র এই স্থলে প্রকাশ করিলাম। প্রধান পুরুষেরা অভিনিবেশপূর্ব্বক পাঠ করুন, দেখিতে পাইবেন যে সমস্ত বিচারকর্ত্তা সচ্চরিত্র, ধীরপ্রকৃতি ও যথাবিধি স্বকর্ত্তব্য সম্পাদন করিতেছেন, তাঁহারা প্রজাগণের কেমন অনুরাগভাজন হইতেছেন, আর যাঁহারা ইহার বিপরীতস্বভাব ও বিপরীতকারী হইতেছেন, লোকে তাঁহাদিগের প্রতি কিরূপ বিরাগ প্রকাশ করিতেছে। প্রজারা প্রাড্বিবাকদিগকে যোগ্য গবর্ণমেণ্টের যোগ্য প্রতিনিধি জ্ঞান করিয়া তাঁহাদিগের হস্তে ধন, প্রাণ ও মান সমুদায় সমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছেন। কিন্তু প্রাড্বিবাকেরা যদি ক্রোধাদিরিপুর একান্ত পরতন্ত্র হইয়া তাঁহাদিগের সেই সেই অমূল্য পদার্থের রক্ষণে ব্যগ্রমনা না হইয়া তাহার হন্তা হন, প্রজাগণের বিরাগভাজন না হইবেন কেন? অনুধাবন করিয়া দেখিলে এই বিরাগ কোথায় পর্য্যবসিত হইতেছে বলিয়া প্রতীয়মান হইবে? আর, প্রাড্বিবাকেরা ঔদ্ধত্যাদি কারণ বশতঃ প্রজার প্রতি অন্যায় করিলে তজ্জনিত প্রত্যবায়ভাগী [illegible]বা কে হইবেন? গবর্ণমেণ্ট কি সেই বিরাগ ও প্রত্যবায়ভাগী নহেন? সাম্রাজ্য ক্রমে ক্রমে অত্যন্ত বৃহৎ হইয়া পড়িয়াছে, অতএব সর্ব্বত্র সচ্চরিত্র ও উপযুক্ত [illegible] নিয়োগ সম্ভাবিত নয়, এক[illegible] [illegible]

"ইস্রাক জয়ের অব্যবহিত পরেই এক দস্যুদ্বারা বণিক ঐ প্রদেশের মরুভূমিতে হত হইলে পর উহার অন্যতর বণিকের মাতা গজনীতে উপনীত হইয়া ঐ বিষয় সুলতান মামুদের গোচর করিয়া বিস্তর বিলাপ করিলেন। মামুদ বলিলেন, রাজ্যোর অত দূরে শান্তিরক্ষা করা তাঁহার সাধ্যায়ত্ত নয়। তাহাতে স্ত্রীলোকটী নিঃশঙ্ক চিত্তে এই উত্তর দিলেন্ "যে মাত্র যে দেশ শাসন করিবার ক্ষমতা নাই এবং বিচার দিবসে তোমাকে যাহার রক্ষণাবেক্ষণ কার্য্যের জবাব দিতে হইবে, সে দেশ গ্রহণ কর কেন?"

স্থানে স্থানে বিচার পতির দোষে যে অবিচার হইতেছে, তন্নিবারণের দুটী উপায় আছে। প্রথম, প্রাড্‌বিবাক নিয়োগ কালে সচ্চরিত্র ও উপযুক্ত পাত্র দেখিয়া নিয়োজিত করা; দ্বিতীয়, নিয়োজিত ব্যক্তিদিগের কার্য্য ও চরিত্রের তত্ত্বাবধান রীতি প্রবর্ত্তিত করা। এই দুটী উপায়েরই অবলম্বনে যত্নবান্ হওয়া উচিত। কিন্তু প্রথমটীর অবলম্বন নিরন্তকাল সাধ্যায়ত্ত হইতেছে না। পরীক্ষা লইয়া প্রাড্‌বিবাক নিয়োগের রীতি আছে। কিন্তু সচরাচর দেখিতে পাওয়া যাইতেছে, বিদ্যারই কেবল পরীক্ষা হইয়া থাকে, চরিত্রের পরীক্ষা লওয়া হয় না। সুতরাং যাহাদিগের চরিত্র গত দোষ থাকে, কার্য্য কালে তাহা প্রকাশ হইয়া পড়ে। চরিত্র পরীক্ষার নিয়মও সহজ নহে। দ্বিতীয় উপায়ের বিষয়ে আমাদিগের কয়েকটী বক্তব্য আছে। প্রথম, যাঁহারা তত্ত্বাবধান ক্রিয়ায় নিয়োজিত হইবেন, তাঁহাদিগকে অনলস ও পক্ষপাতশূন্য চিত্তকে সহচর করিয়া চতুর্দ্দিক ভ্রমণ পূর্ব্বক সর্ব্ব স্থানের বিচারালয় দর্শন করিতে হইবে। তাঁহারা যে যে বিচার পতির ন্যায্য ও চরিত্রগত দোষের বিষয়ে নিশ্চিত প্রমাণ পাইবেন প্রথমে তাঁহাদিগকে সাবধান করিয়া দিবেন কিন্তু তাঁহারা সাবধান না হইয়া পুনঃ দ্বিতীয় বার ঐরূপ করেন, তাঁহাদিগকে অপসারিত করিতে হইবে এবং তাঁহাদিগের নাম স্মরণার্থক বহিতে ঐকথা লিখিত হইবে; উচ্চপদ প্রদান কালে উহার গণনা করা হইবে। তাহাতেও না শুধরিয়া উঠিলে তাঁহারা পদচ্যুত হইবেন। পত্র হয় এই—

মহাশয়! রাজা ও প্রজাতে রক্ষ্য রক্ষক এবং বর্দ্ধ্য বর্দ্ধক সম্বন্ধ আছে। তন্মধ্যে বর্দ্ধন পোষ। রক্ষণই শ্রেয়ঃ। কারণ রক্ষণাভাবে সজ্জনগণও অসৎ ব্যবহারপরায়ণ হইতে পারেন। শাস্ত্রে কথিত আছে

প্রজাং সংরক্ষতি নৃপঃ সা বর্দ্ধয়তি পার্থিবং।
বর্দ্ধনাদ্রক্ষণং শ্রেয়স্তদভাবে সদপ্যসৎ॥

রাজা প্রজাকে রক্ষা করেন, প্রজা তাঁহাকে বর্দ্ধিত করেন। কিন্তু বর্দ্ধন অপেক্ষা রক্ষণ শ্রেয়ঃ কারণ রক্ষণাভাবে সৎও অসৎ হইয়া যায়;

সেই রক্ষণ নানা প্রকারে উক্ত হইয়াছে। নবরত্ন নামক গ্রন্থে লিখিত আছে—

উৎখাতান্ প্রতিরোপয়ন্ কুসুমিতাংশ্চিন্বন্ শিশূন্ বর্দ্ধয়ন্।
প্রোত্তুঙ্গান্ নময়ন্ নতান্ সমুদয়ন্ বিশ্লেষয়ন্ সংহতান্।
তীব্রান্ কণ্টকিনো বহির্নিময়ন্ ম্লানান্ মুহুঃ সেচয়ন্,
মালাকার ইব প্রয়োগনিপুণো রাজা চিরং নন্দতি।

যেমন [illegible] পুনর্ব্বার রোপণ, [illegible] চয়ন, বালবৃক্ষের বর্দ্ধন উচ্চ বৃক্ষের নমীকরণ, নত মস্তক বৃক্ষের উন্নমন এবং পরস্পর জড়িত বৃক্ষের বিচ্ছিন্নকরণ, তীক্ষ্ণ কণ্টক যুক্ত বৃক্ষের বহিষ্করণ ও ম্লান বৃক্ষের বারম্বার সেচন করিয়া স্বকীয় উদ্যানের [illegible] সম্পাদন করে, সেই রূপ (মালাকারের প্রায়) প্রয়োগনিপুণ রাজা চিরকাল সুখ ভোগ করিবেন।

আমরা মুক্তকণ্ঠে কহিতেছি, যে বর্ত্তমান গবর্ণমেণ্ট দুটী সচিত্তাধ্যক্ষ প্রেরণ করিয়া মালাকারের ন্যায় এতদ্দেশরূপ উপবনের মঙ্গল [illegible]

যত্নবান হইয়াছেন। শ্রী[illegible] শ্রীযুক্ত প্রাট সাহেব [illegible] বিচার সম্মুখ [illegible] খরতর কিরণ [illegible] অতিশয় দুষ্প্র নহে [illegible] মণ্ড বিধ্যাস যাবৎ [illegible] অনীতির ম্যাজিস্ট্রে [illegible] রেন্টের সুশাসনের [illegible] কল্যাণ হইয়াছে [illegible] প্রত্যবধি বাঙ্গালা [illegible] শ অনেক অংশে পুরী [illegible] স্ত্রীলোকদিগের পর [illegible] আদান প্রদান (যাহার [illegible] রায় প্রায় গতান্তর [illegible] সৌজন্যের সমক্ষে [illegible] হইয়াছে: তিনিও [illegible] র সদ্বিচার করিয়া [illegible] মহাত্মা প্রাটের সুখ [illegible] মালার ন্যায় সর্ব্ব জন [illegible] হে। ইঁহার শাসনগুণে [illegible] দস্যুতার ঘটনা হয় [illegible] মাস সপ্তমের দিন [illegible] দুই মহাত্মা [illegible] ভূপে কালীতিপ্প [illegible] কহি তাদৃশ রূপ [illegible] ন। প্রজাপ্রয়োজন [illegible] নিয়োগ দুই [illegible] প্রয়োজন ও [illegible] মহাশয়কে [illegible] আমিনী পদ [illegible] খান মাজিষ্ট্রে [illegible] আজী কহি [illegible] ও বিপুল [illegible] বিস্তরেণ ১৭ শকাব্দ [illegible] ২৫ দিনকের [illegible]

[illegible]

...থা, রীতি নীতি, বিচার প্রণালী বিষয়ে সি- ...র অনভিজ্ঞ, স্রোতা পাখীর ন্যায় আন- ...বারে বিকট ... ইতেছেন। বোধ ...ইনি ইংলণ্ড হই... চন আসিয়াছেন ... যাহা হউক আমরা ... পোহাবারো হই ...য়াছে।

...কোন ...ক খেতাঙ্গ প্রধান ... এবং তাঁহারা প্রভু ... প্রতাপ ... তার মুখভঙ্গী করিয়া ... নানা প্র... বচনে সম্ভাষণ করিয়া ... মুখধুর ... ন এক সত্ত্বের বাক্য ... কি লো ... এই প্রকার সম্মান ... প্রতিও ... তাঁহার দক্ষিণ হস্ত ... হন পরে ... কারণে বিশেষ প্রয়ো- ...জন। এই ... নম্র খাম হইতে ইচ্ছা ... ত্রিকে ... ই তাঁহার ... ত্তি, তাতে আবার ... কেন? আমাদের দয়া ... থাকেন ... রক্ষা হবে ... বাহিরা প্রজারঞ্জন ... কে বাহিরা ... পাঠাইয়া এদেশকে ... প্রদর্শন ... ইর গুলি ... ট ও বি... হেন। ... কার দিগের আইন ... কর্তৃত্ব মো... ইথায় সম্ভাবনা আ- ... গ্রহণ করি ... রপ্রারই সাহে ... প্রকাশ করিয়াছেন। ... বম, তাহারাই এ ... বিচারালয়ে মো... হাইয়া পরীক্ষা ... র করিতে পারিবেন, ...দিতে না পারিলে তাঁহারা ... মাজ্জারী হইতে ... স্বীকার হইবে ... ভূম্যধিপতি গব ... কতিপয় দিবস ... উপাধি প্রাপ্ত ... হইতে রাজা ... র বাসাবাটীতে ...ন। তদুপল ... উপস্থাপিত হই।... ও কা...

... সুতরাং স্থানে সভা ... হইয়াছে ... ইন হইবার ... তাহাদের ... কতিপয় হইতে ... ব্যবস্থাপক সভার ... স্বাধীনতা। ... ব্যবস্থাপক সভা

ইহার স্বাধীনতা বিষয়ে হতাশ হইয়াছিলাম। সভ্যেরা বক্তৃতা কালে আসন হইতে উত্থিত হইতে পারিবেন না; গবর্ণর জেনেরল স্বেচ্ছাক্রমে যখন তখন ও যে স্থানে সেখানে সভা করিতে পারিবেন, তাঁহার অনুমতি ব্যতিরেকে কেহ কোন বিল সভায় অর্পণ করিতে সমর্থ হইবেন না; ইত্যাদি নিয়ম দর্শন করিয়া অত্যো ব্যবস্থাপক সভাকে স্বাধীন বলিয়া জ্ঞান করেন, এরূপ মন্দমেধা লোক অতি বিরল। যাহা হউক, আমরা ভাবিয়াছিলাম, প্রথম প্রথম যেরূপ হউক, উক্ত সভা ক্রমে স্বাধীনতা লাভে সমর্থ হইবেন। কিন্তু ক্ষোভের বিষয় এই, ক্রমে পরাধীনতারই শ্রীবৃদ্ধি নয়নগোচর হইতেছে লার্ড এলগিন সে দিনের সভায় যে বক্তৃতা করেন, সভার স্বাতন্ত্র্য লাভ প্রসঙ্গ দূরে থাকুক, প্রত্যুত অবমাননা করাই হইয়াছে। তিনি বলেন "সভার সেসিয়ন অর্থাৎ নিয়মিত সময়ে অধিবেশন হয়, পার্লিয়ামেণ্ট মহাসভার এরূপ অভিপ্রেত নহে। গবর্ণর জেনেরল স্বেচ্ছা ক্রমে সভ্যগণকে সভাস্থলে আহ্বান করিবেন এই মাত্র। অবৈতনিক সভ্য গ্রহণ বিষয়েও মহাসভা কোন স্পষ্ট নিয়ম করেন নাই * * * * কোন বিল সভায় অর্পণ করিবার পূর্ব্বে তাহা গেজেটে প্রকাশ করিবার ক্ষমতা কেবল গবর্ণর জেনেরলেরই আছে।"

বাহিরের সভ্য গ্রহণ যদি পার্লিয়ামেণ্ট সভার অভিপ্রেত না হইল, তাঁহাদিগের যদি কোন ক্ষমতাই না রহিল, "ব্যবস্থাপক সভায় বাহিরের সভ্য গ্রহণ করা হইয়াছে" বলিয়া একটি আড়ম্বর করিবার প্রয়োজন কি? সভ্যগণ আপন আপন ... বিশুদ্ধ জল বায়ু পরিত্যাগ ক... কলিকাতার দূষিত জল বায়ু সেবন ... তেছেন কেন? এই সভার আর্ড ...

গব... র, অভিপ্রেত; আমরা অধি... তর ... ত হইলাম যে মেইন সাহেব ... লার্ড এলগিন উক্ত প্রকার ব... সভার অবমাননা করিলেন ... মেইন সাহেব নিজগ্রন্থে আইনের কি ব্যাখ... করিয়াছেন? তিনি কি এ বিষয়ে বিখ... ত অষ্টিন সাহেবের অর্থই যথার্থ বলি... গ্রহণ করেন নাই? অষ্টিন সাহেব বলে... "আইন শব্দে এই বুঝায় – যাঁহাকে অ... বা যাঁহাদিগকে লোকে দেশের রাজক্ষম... তা দিয়াছেন, তাঁহারা যে বিধি, আ... এবং যাহা প্রচলিত হইবার যোগ্য বো... করিবেন, তাহার নাম আইন।" খুবে... লের সদৃশ রাজনীতিজ্ঞ ব্যক্তি ও তাঁহ... দৃষ্টান্তের অনুসারী হইয়া যাবতীয় ফরাস... ব্যবহারাজীব এই অর্থের অনুমোদন ... সমাদর করিয়াছেন।

আইন শব্দের যদি এইরূপ ব্যাখ... হইল, এক্ষণে বিচার্য্য এই, ইংলণ্ডেশ্ব... ভারতবর্ষের রাজক্ষমতার অধিকারিণী ... ইয়াছেন। তিনি আবার আর এক ক্ষমতে... আপনার প্রতিনিধি করিয়া ভারতবর্ষে... গবর্ণরগণকে প্রতিষ্ঠিত করিয়াছেন। কি... সেই প্রতিনিধীভূত ব্যক্তি শাস... কর্তৃত্ব ও ব্যবস্থাপ্রণেতৃত্ব উভয় কার্য্যে... সমর্থ না হওয়াতে ব্যবস্থা প্রণয়নার্থ স্বত... প্রতিনিধির প্রয়োজন হইয়াছে। অতএ... যখন স্বতন্ত্র প্রতিনিধি করা হইল, ত... তাহাকে অপর প্রতিনিধির নিতান্ত প... ধীন করিয়া দেওয়া হইতেছে কেন? এ... করিয়া কেবল যে যুক্তির বিপরীত আচ... রণ করা হইতেছে এরূপ নহে, ব্যবস্থাপ... সভার উন্নতি পথে কণ্টক বিরোপিত ... তেছে। ব্যবস্থাপক সভার উন্নতি লাভে... প্রকৃত উপায় কি? সে উপায় এই সভা... স্বাধীনতা প্রদান ... বাহিরের সভ্যগণ... ... গ্রহণ ... হইয়াছে, ... তাহাদিগকে ... স্বাধীনতা ... হইবে, উক্ত সভার ... হইতে ...

বে। সভ্যতার উন্নতি হইলেই দেশের বৃদ্ধি। সেই উন্নতিসাধনের উদ্দেশে বাহিরের সভ্য গ্রহণ করা হয় নাই? ন্তু যদি সেই সভ্যেরা ক্ষমতাহীন হই- ন, সে উন্নতির সম্ভাবনা কি? তবে লণ্ডেশ্বরী সভাকে এতাবন্মাত্র পরাধী তা শৃঙ্খলে বদ্ধ রাখিতে পারেন, সভো- যখন শ্রেণি অথবা সম্প্রদায় বিশেষের র্থসাধনার্থী হইয়া অপর শ্রেণী অথবা প্রদায়ের স্বার্থবিরোধী আইন বিধানে দ্যত হইবেন, তখন তিনি তাহাদিগকে রোধ করিবেন। সেই নিবারণক্ষমতা ষ্টেট সেক্রেটারি অথবা পার্লিয়ামেণ্ট স র হস্তগত থাকিবে।

ইংলণ্ডেশ্বরী যদি এইরূপ সরল ভাব বলম্বন না করিয়া বক্র পথে গমন করেন রতবর্ষীয়দিগের অনুরাগ ভাজন হইতে রিবেন না। এক্ষণে ইহাদিগের চক্ষু লিত হইয়াছে। ইহারা সকল বুঝিতে বিতেছেন। আমরা কি জানি না ইংলণ্ডী গবর্ণমেণ্ট ভারতবর্ষের নাম করিয়া এখান ইতে প্রতি বৎসর কোটি কোটি টাকা ইংল র সুবিধার জন্য লইতেছেন। আমরা জানি না যে তাঁহারা ইংলণ্ডে দলাদ র অনুরোধে অধম ও বুদ্ধিহীন ব্যক্তি গকে ভারতবর্ষের প্রধান প্রধান পদ তেছেন। সে দিনেও আমরা অবগত ইলাম তাঁহারা শীঘ্র ভারতবর্ষের ঋণ বিশোধের নাম করিয়া সাড়ে [illegible] টি টাকা [illegible] লইবেন। পরিশেষে আমাদিগের [illegible] ক, যেমন দিন দিন সভ্য [illegible]

[illegible] এদেশীয়দিগের মনে [illegible] রিখর্ত্ত ও স্বাধীনতা প্রবৃত্তি প্রাদুর্ভাব দ্ধি হইতেছে, তেমনি ইংলণ্ডীয় [illegible] ষ্ট প্রতিবন্ধক স্বরূপ না হইয়া [illegible] , উচ্চন করিয়া সেই সেই প্রবৃত্তি [illegible] করিবার চেষ্টা করেন।

গাড়ি ও পান্সির ভাড়া নির্ণয় প্রস্তাব
এ [illegible] মুটিয়াদিগের ভাড়া নির্ণয় প্রস্তাব
করা [illegible] উচিত কেন?

যখন যে রীতি ও চলন হয়, অথবা যে বিষয়ে অধিকাংশ লোকের কামকারি- তা ও স্বার্থসম্বন্ধ [illegible], তাহা নিতান্ত অদ্ভুত অনাবশ্যক অনৈসর্গিক ও যুক্তিবিরুদ্ধ হইলেও আদৃত ও পরিগৃহীত হইয়া থাকে, তাহার দোষগুণ বিচারে প্রায়ই কাহাকে উন্মুখ দেখিতে পাওয়া যায় না। দিন কত কাল উকস্তঃ চতুর্দ্দিকে দৃষ্ট হইতে লাগিল, ইউরোপীয়েরা টুপিকে এক গড়া ফড়াইয়া বহির্গত হইতেছেন। এখন এচলনটী অন্তর্হিত হইয়াছে। মধ্যে মধ্যে শ্মশ্রু ধারণ রীতিটী দৃষ্টিপথে আবি র্ভূত হইয়া থাকে। আমাদিগের দেশে অনুকরণ প্রবৃত্তি তাদৃশ বলবতী নয়, তথা পি এখানে অনেক নূতন রীতি প্রবেশ ক রিয়াছে। এখন পেণ্টুলানধারী আর উপহসিত হন না; পূর্ব্বে মুণ্ডিত মুখেরা মুক্তিকেশকে দেখিলে উপ হাস করিতেন [illegible] এখন মুণ্ডিতমুখেরা [illegible] উপহসিত হইতেছেন। কলিকাতা ও তন্নিকটবর্ত্তি স্থানের [illegible] ভাড়াটিয়া গাড়ি ও পালকি [illegible] [illegible] অনেক উঠিয়াছে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] আমাদিগের [illegible] হইয়াছেন।

[illegible] গবর্ণমেণ্টের [illegible] আমরা যে যুক্তি প্রদর্শন করিয়াছিলাম, [illegible] কেহ কেহ তাহার [illegible] স্বীকার করিয়াছেন। [illegible] ইংলণ্ড প্রভৃতি দেশের দৃষ্টান্ত প্রদর্শন করিয়া [illegible]

শ্যকতা প্রতিপাদনে প্রবৃত্ত হন। ইংলণ্ড প্রভৃতি স্থানে যে কোন রীতি প্রথাদি প্রচলিত আছে, সে সমুদায় বিশুদ্ধ যুক্তির অনুমোদিত, একথা স্বীকার করি না। বিশেষতঃ [illegible] থাদি সর্ব্বদেশের ও সর্ব্ব কালের হয় না। ইংলণ্ডীয়দিগের শিক্ষা, অত্যান্ত স্বতন্ত্র। তত্র সামান্য ব্যক্তি এমনি শিক্ষিত যে তাহারা প্রায় [illegible] তে প্রবৃত্ত হয় না। পক্ষান্তরে, [illegible] ব্যক্তিদিগের অশিক্ষা নিবন্ধন পদে পদে নিয়ম ভঙ্গ প্রবৃত্তি দৃষ্টিগোচর হয়। ইং [illegible] কেহ [illegible] ব্যক্তিকে চাকর রাখিলে তাহার সহি [illegible] যে কাজ করিবার কথা থাকে সে [illegible] অতিরিক্ত কাজ [illegible] না, প্রভুও [illegible] অতিরিক্ত কাজ [illegible] কহেন না। কিন্তু এখানে ইহার বিপর্য্যয় ঘটনাই হইয়া থাকে। এ ভৃত্যকে আর নিয়মাতিরিক্ত কাজ করা [illegible] ছাড়েন না। সুতরাং [illegible] কিঞ্চি প্রগলভ ও ন্যায়পর ([illegible] কে [illegible] প্রভুরা [illegible] বলেন) [illegible] সহি বিবাদ উপস্থিত হয়। [illegible] বিষয়ের একটী উদাহরণ দেওয়া যাইতেছে।

বোধ কর, এক ব্যক্তি কলিকাতার [illegible] বাজার হইতে শ্যামবাজার যাইবেন। তিনি [illegible] গাড়ি ভাড়া করে শ্যামবাজার যাইব, এই মাত্র বলিলেন [illegible] গাড়োয়ান [illegible] শ্যামবাজারের মো নামিবেন, কিন্তু বাবুর মনে মনে [illegible] শ্যামবাজারের অপর প্রান্তে [illegible] এরূপ স্থলে যদি গাড়োয়ান [illegible] [illegible] তাহা হইলেই বাবুর [illegible] উ [illegible] একদিন [illegible] করি [illegible] কিন্তু এ [illegible] [illegible] [illegible]

[illegible], তখন উল্লিখিত প্রস্তাব বিধিবদ্ধ করি[illegible] পূর্বে প্রস্তাব কারিদিগের কর্তব্য এই [illegible] কলিকাতার সর্ব স্থানে মাইল [illegible] করেন এবং আরোহী ও শক[illegible] কিছু দিন নিয়ম পালনের [illegible]।

[illegible] আমাদিগের মতবিরোধী হই[illegible] প্রতিপক্ষতা গ্রহণ করিয়াছে [illegible] কোন ব্যক্তির [illegible] উক্ত প্রস্তাব বিধি[illegible] হইলে অধিক [illegible] অত্যাচার ঘট[illegible] বিরোধিরা প্র[illegible] স্বীকার ক[illegible] কিন্তু উল্লিখিত [illegible] অত্যাচার [illegible] বিরোধিদিগের নিকটে [illegible] উত্তর দান [illegible] বোধ কর, [illegible] বাহিরের অবিচ্ছিন্ন ধারা[illegible] করিতেছে, পূর্বদিগের [illegible] বহিতেছে, তুমি তিক্তি [illegible] এক শকটবাহকেন[illegible] কহিলে আমি [illegible] টাকা দিব, তোমা[illegible] একমাত্র [illegible]

প্রস্তাবের উপসংহার করা যাইতেছে। কত ক[illegible] লোকের সুবিধার জন্য গাড়ি ও পালকির ভাড়া নির্ণয় [illegible] যদি যুক্তিসি[দ্ধ] হইল, মুটিয়া দিগের ভাড়া নির্ণয় করা [না] হইতেছে কেন? গাড়ি ও পালকি বাহ[ক]দিগের অপেক্ষা মুটিয়াদিগের সহিত অ[ধিক]সংখ্য লোকের সম্পর্ক হয়। উহাদিগে[র] ভাড়া নির্দিষ্ট হইলে অধিক লোকের সুবিধা হইবে। ফলতঃ যুক্তি উভয়পক্ষেই সমান রহিয়াছে। [illegible] ও বেহারা দিগের অপেক্ষা মুটিয়ারা অধিক [illegible] নহে। এই প্রস্তাব [illegible] ও [illegible] অক্ষর পংক্তিতে [illegible] হইলে পর [illegible] আমাদিগের হস্তগত হ[ইল]। আমরা গাড়ি ও পালকি ভাড়া সং[ক্রান্ত] প্রস্তাবের শিরোভাগ দেখিয়া উৎ[সুক] চিত্তে অতিশয় [illegible] পূর্বক পাঠ করিতে আরম্ভ করিলাম, দেখিয়া হৃষ্ট হইলাম [illegible] সাধারণ ভ্রমে পতিত হন নাই। তিনি আমাদিগের ন্যায় উক্তি [illegible] প্রস্তাবের প্রতিবাদ করিয়াছেন।

[illegible]

[illegible] আইনসৃষ্টির কথা [illegible], কিন্তু আমাদিগের [illegible] এরূপ এক একটা [illegible] যে [illegible] প্রজার [illegible] পুরুষ লুপ্ত হইয়া যাবা[illegible] ব্যবস্থাপক [illegible] বিধি ও ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা কর্তৃক [illegible] এই দুটি [illegible] আইন প্রচার করিবার উপক্রম করিয়াছিলেন, এইকথা শুনিয়া [illegible] মনে অত্যন্ত আতঙ্ক উপস্থিত [illegible] সম্প্রতি সে দুটি উৎপাতেরই [illegible]। আমরা গত বারে [illegible] কমিশনের বিল পরিত্যা[গ] [illegible] ভারতবর্ষীয় ব্যবস্থাপক [illegible]

গত অধিবেশন দিবসে, সিলেক্ট কমিটি রিচি সাহেবের কর্তৃক [illegible] বিলের বিষয়ে রিপোর্ট প্রদান করিয়া তৎপরিত্যাগের অনুরোধ করেন। সভাও তৎপরিত্যাগ করিয়াছেন। মেইন, বীডন, হ্যারিংটন, আর্স্কিন ও কাউই সাহেব রিপোর্ট প্রদান করেন। তাঁহারা প্রথমতঃ এবিলের প্রতি মহারাণী চারলস উডের অসম্মতির কথা উল্লেখ করিয়া বলিলেন " কোন দেশের ব্যবস্থা সংগ্রহ এবম্বিধ নিয়মকে স্থান প্রদান করেন নাই।" এস্থলে ঐকা বক্তব্য বীডন সাহেবের মত পরিবর্ত হইয়াছে। যদি জনরব সত্য হয় মেইন সাহেব দেওয়ানী অপরাধে ফৌজদারী দণ্ডবিধানের একজন প্রধান বিপক্ষ। এই সোমপ্রকাশে এবিষয়ের বহুতর [আ]ন্দোলন হইয়াছে। পুনরায় [illegible] বাহুল্য [illegible] উল্লেখ করা অনাবশ্যক।

—

মেডিকাল কালেজের সাহায্যার্থ [illegible] [illegible]

আমরা [illegible] মেডিকাল কালেজে একটা নিতান্ত অপ্রীতিকর ঘটনা হইয়াছে, [illegible] প্রথম, দ্বিতীয় ও তৃতীয় [illegible] যাবতীয় ছাত্র (স্থানাধিক [illegible]) [illegible] প্রিন্সিপাল [illegible] অসদ্ব্যবহারে [illegible] কালেজ পরিত্যাগ করিয়াছেন। আমরা প্রামাণিক লোকমুখে শুনিলাম, চীবর্সের বাঙ্গালি ছাত্রদিগের প্রতি একটা স্বাভাবিক বিদ্বেষ [illegible] কি ইংরাজী কি বাঙ্গলা কোন [illegible] উপর তিনি প্রীত [illegible] বিশেষতঃ [illegible] ক্লাস [illegible] এরূপ হইয়াছে। তত্র [illegible] মজুরের প্রতি যেরূপ ব্যবহার করিতে সঙ্কুচিত এবং দৈবাৎ কাহারো [illegible] অনুকম্পিত হইয়া থাকেন, [illegible] ছাত্রদিগকে সকল [illegible] দুর্বিনীত ব্যবহার [illegible]

...দিনাবধি ছাত্রদিগের মনে বিরাগ বহ্নি ...ধূমিত হইতেছিল, সম্প্রতি একটী ঘটনা ...রূপ বায়ু সহযোগ হওয়াতে সেই অগ্নি ...দ্দীপ্ত হইয়া প্রজ্বলিত হইয়া উঠিয়াছে। ...স ঘটনাটী এই—

বাঙ্গলা ক্লাসের ছাত্রেরা তত্রত্য নিয়মানুসারে প্রতিদিন প্রাতঃকালে পর্য্যায় ক্রমে চিকিৎসালয়ে উপস্থিত হন। ডাক্তারেরা যে ঔষধ ও পথ্য ব্যবস্থা করেন, তাঁহারা তাহা দর্শন ও শ্রবণ করিয়া স্বহস্তে রোগিদিগকে ঔষধ সেবন করাইয়া থাকেন। ছাত্রদিগকে কৃতকর্ম্মা করাই এ নিয়মের উদ্দেশ্য, ইহা প্রশংসনীয় সন্দেহ নাই। কিন্তু ক্ষেত্রের বিষয় এই, কতক গুলি ...বিমৃষ্যকারী অভিমানমত্ত ডাক্তার এই উদ্দেশ্যটী বিস্মৃত হইয়া মনে করেন, গবর্ণমেণ্ট ছাত্রগণকে তাঁহাদিগের ও রোগিদিগের পরিচর্য্যার্থ নিয়োজিত করিয়াছেন! যাহা হউক এক দিবস বনমালী চট্টোপাধ্যায় নামে এক ছাত্র আপনার কর্ত্তব্য করিতে ...ন। ঐ দিবস তত্রত্য এক পরিচারকের সহিত তাঁহার বিরোধ হয়। তিনি চলিয়া যাইলে ঐ পরিচারক বৈরনির্য্যাতনার্থী হইয়া কয়েক গ্রেন কুইনাইনের একটী পুরিয়া হস্তে করিয়া প্রথম ইংরাজী ক্লাসের এক যুবকের নিকটে গিয়া কহিল, বনমালী চুরী করিয়া লইবার উদ্দেশে এই কুইনাইন প্রস্তুত করিয়াছিল, লইয়া যাইতে পারে নাই। যুবক জিজ্ঞাসা করিলেন "তুমি কুইনাইন সহিত তাহাকে ধরিলে না কেন? পরিচারক সদুত্তর দিতে পারিল না। অনন্তর সে লেক সাহেবের নিকটে গিয়া ঐ কথা কহিল। লেকও চীবর্সের ন্যায় বাঙ্গলা ক্লাসের প্রতি প্রীত ও প্রসন্ন নহেন পরিচারকের কথাই তাঁহার বেদজ্ঞান হইল। তিনি বনমালীকে চোর স্থির করিয়া প্রিন্সিপালের নিকটে রিপোর্ট করিলেন "ছাত্রদেহবান্ [illegible]!" প্রিন্সিপাল বিশেষ অনুসন্ধান না করিয়া ঐ মকদ্দমাটী পুলিসে পাঠাইয়া দিলেন। পুলিস উক্ত পরিচারক ও লেকের বাক্যে বনমালির দশ দিনের কারাবাস দণ্ড করিলেন। প্রিন্সিপাল যদি সবিশেষ অনুসন্ধান করিতেন বনমালী কখনই দোষী হইতেন না। তিনি তাহা না করিয়া যখন এক ক্ষুদ্রকারী পরিচারকের বাক্যে এক জন ভদ্র লোককে বিনা অপরাধে কারা গ্রস্ত করিলেন, তখন কাহার কি দুর্দ্দশা ঘটে, এই শঙ্কা করিয়া এবং বারম্বার অপমান হইতেছে, তাহার প্রতীকার হইতেছে না, এই ভাবিয়া বাঙ্গলা ক্লাসের অপর ছাত্রগণ এক বাক্যে কালেজ পরিত্যাগ করিয়াছেন।

আমরা অনুসন্ধান করিয়া জানিলাম, এ যথার্থ বৃত্তান্ত। এই বৃত্তান্ত শ্রবণ করিয়া আমাদিগের কোন রূপেই বনমালিকে অপরাধী বলিয়া বোধ হইতেছে না। বনমালির কুইনাইন চুরী করা যদি অভিপ্রেত হইত, তিনি পুরিয়া প্রস্তুত করিয়া ফেলিয়া আসিলেন কেন? পরিচারকেরা তাঁহাকে সেই পুরিয়া সহিত ধরিল না কেন? কেবল এক সন্দেহের উপরে নির্ভর করিয়া বনমালির দণ্ডবিধান করা হইয়াছে অতএব আমরা পুলিসের উপরেও সন্তুষ্ট হইলাম না। বনমালী যদি বাস্তবিকই চুরী করিবার অভিপ্রায়ে কুইনাইনের পুরিয়া বাধিয়া থাকেন, এবং বিস্মৃতি ক্রমে অথবা সুযোগ না হওয়াতে তাহা কালেজে ফেলিয়া আসিয়া থাকেন, তাহা হইলেও যখন পুলিস বিশিষ্ট প্রমাণ পাইলেন না, তখন কেবল এক সন্দেহের উপর নির্ভর করিয়া দণ্ড বিধান আইন অনুসারে ন্যায়ানুগত হইতে পারে না। বনমালী যে নির্দ্দোষ, তাহার অপর প্রমাণ এই, যে চোর হইলে ১৫০ ছাত্র তাহার দুঃখে দুঃখী হইয়া কখনই কালেজ পরিত্যাগ করিতেন না। ভদ্র লোকের কথা দূরে থাকুক, চোরের সহিত চোরও [illegible] প্রকাশ করে না; করিবার ইচ্ছা থাকিলেও বাহিরে প্রকাশ [illegible] পারে না।

যাহা হউক, আমরা উপরে [illegible] পুনরায় কহিতেছি, বনমালির [illegible] দণ্ডটা ছাত্রদিগের কালেজ প[illegible] নিমিত্ত মাত্র। চীবর্সের অসদ্ব্য[illegible]র বাস্তবিক কারণ। এক্ষণে জানা [illegible] মেডিকাল কালেজের প্রধান [illegible] একদিন একটী কমিটি করিয়াছিলেন [illegible] বাধ্য বলিয়া সমুদায় ছাত্রের মান [illegible] তাঁহাদিগের অবধারিত হইয়াছে।

সর্ব্বস্থ চীবর্স ও ছাত্রগণ উভয়ের [illegible] যাহা আমাদিগের নিকটে [illegible] প্রতীয়মান হইতেছে। আমরা [illegible] কলীন ব্যবহার দেখিতে পাই, [illegible]লেরা ছাত্রগণকে পুত্র নির্ব্বিশেষে [illegible] করেন, কিন্তু চীবর্স তাঁহাদিগকে [illegible] জ্ঞান করিতেছেন। কোন্ [illegible]ধায় করে কোন্ ছাত্রকে পুলিসে [illegible]ছেন? চীবর্স যে ছাত্রদিগকে [illegible] দর্শন করেন, ইহাই ত তাঁহার [illegible]ধারণ প্রমাণ। ছাত্রেরা বালক, [illegible] সমুদায় কর্ত্তব্যাকর্ত্তব্য বোধে [illegible] পদে পদে তাহাদিগের অপরাধ [illegible] সম্ভাবনা আছে। পুলিসে [illegible]কে কি সেই দোষ সংশোধনের [illegible]র নাই? প্রিন্সিপাল পু[illegible] যদি স্বয়ং অপরাধ [illegible] অথবা নাম কর্ত্তন [illegible] অপর ছাত্রেরা কি সেই দৃষ্টান্ত দর্শন [illegible] আপন আপন দোষ সংশোধন [illegible] করেন না? ভদ্র প্রিন্সিপালেরা কি করেন? কোন বালক অপবুদ্ধিতা প্রযুক্ত বুঝিতে না পারিয়া কোন অপকর্ম্ম করিলে তাঁহারা প্রথমে হিতকর উপদেশ দ্বারা তাহাকে সাবধান করিয়া [illegible] তাহাতে সাবধান না হইলে অর্থ দণ্ড [illegible] নাম কর্ত্তন করেন, কিন্তু আমাদিগের [illegible] প্রকৃতি, দয়ালুস্বভাব, স্থিরবুদ্ধি [illegible] সাহেব সুকলবিধ প্রণালী অবলম্বন করিয়া

হে,। আমরা শুনিয়াছি, চীবর্স সাহেব দিকে "হারামজাদ, চোর ও হিং। স্পি অবণ মধুর সুললিত বাক্য র, বাস জন করিয়া থাকেন! যদি এ ত্যা গণ্ন। হয়, তাঁহার তুল্য অপকৃষ্ট হ। ক প্রিন্সিপালের মধ্যে নেহ নাই। আমাদিগের ত এরূপ বোধ হয় না। ছা...রা" চোর ও কুলি' তাঁহার এ সংস্কার কোথা হইতে জন্মিল? দুই এক জন ছাত্রের চৌর্য্য দেখিয়া কি তাঁহার এই সংস্কার জন্মিয়াছে? তাহা হইলে ত তাঁহার অন্তঃকরণ অতিশয় উদার ও বুদ্ধি নিতান্ত তীক্ষ বলিতে হইবে!! এদেশের যে সকল গাঁক্তি ২।৪ জন ইউরোপীয়কে অসৎ দেখিয়া যাবতীয় ইউরোপীয়কে অসৎ বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন, চীবর্স তাহাদিগকে কি বোধ করেন? বাঙ্গালা ক্লাসের ছা... স্বভাবগত দোষ নাই, একথা আমরা কহিতেছি না। কিন্তু আমরা যত দূর জানি মুক্তকণ্ঠে কহিতে পারি উহাদিগের অনেকেরই চরিত্র উৎকৃষ্ট এবং অনেকেই ভদ্র গৃহে জন্মগ্রহণ করিয়াছেন, তবে পিতা মাতার অসঙ্গতি প্রযুক্ত ভাল রূপে লেখা পড়া শিখিতে পারেন নাই, তাই বাঙ্গলা ক্লাসে প্রবিষ্ট হইয়াছেন।

ছাত্রদিগের প্রতি আমাদিগের বক্তব্য এই, তাঁহারা কালেজ পরিত্যাগ করিয়া গর্হিত কর্ম্ম করিয়াছেন। চীবর্সের অসদ্ব্যবহারাদি তাঁহাদিগের অসহ্য হইয়াছিল, তাঁহারা কালেজে থাকিয়া উপরে জানাইলেন নাই কেন? তাঁহারা কি এই শঙ্কা করিয়াছিলেন যে উপরের কর্তৃপক্ষ প্রিন্সিপালের বিরোধী বলিয়া তাঁহাদিগের আবেদন অগ্রাহ্য করিবেন? সেটী তাঁহাদিগের ভ্রান্তি। প্রিন্সিপাল হউন, আর যিনি হউন, আজি কালি কেহ যা ইচ্ছা তাই করিয়া পার পাইতে পারেন না। ইদানী ...ন উপরের কর্তৃপক্ষের বিচার আর ...উচিত আছে। ন্যায্য প্রার্থনায় তাঁহাতে প্রবেশ দুরূহ নহে। অধ্যবসায় ও উদ্যোগকে সহচর করিয়া কার্য্যে প্রবৃত্ত হইলে সকলেই কৃতার্থতালাভ করিতে পারেন সন্দেহ নাই।

ইহার চরম ফল কি হইবে, জানিবার নিমিত্ত পাঠকগণ উৎসুক হইবেন সন্দেহ নাই কিন্তু এখন নিশ্চয় করিয়া কোন কথা বলা আমাদিগের সাধ্যায়ত্ত নহে। এক্ষণে সমুদায় বিষয় লেপ্টেনন্টগবর্ণরের বিবেচনার উপর নির্ভর করিতেছে। শুনাগেল ছাত্রেরা আপনাদিগের কালেজ পরিত্যাগের বিষয় জানাইয়া প্রিন্সিপালের নিকটে যে আবেদন করেন তাহা লেপ্টেনন্টগবর্ণরের নিকটে প্রেরিত হইয়াছে এবং তাহাতে এইরূপ লিখিত হইয়াছে, ছাত্রেরা এক জন চোরের সহিত সমদুঃখতা ও অবাধ্যতা প্রকাশ করিতেছে, অতএব তাহাদিগের নাম কাটিয়া দেওয়া গেল। এত লোকে কালেজ পরিত্যাগ করে কেন? ইহার সবিশেষ অনুসন্ধান না লইয়া লেপ্টেনন্ট গবর্ণর কেবল যে চীবর্সের বাক্য প্রমাণে বাঙ্গালা ক্লাসের যাবতীয় ছাত্রের নাম কাটিয়া দিতে কহিবেন এবং যত দিন নূতন ক্লাস না হয়, ততদিন অধ্যাপকদিগকে বসাইয়া বেতন দিবেন, ইহা কোন ক্রমেই হৃদয়ঙ্গম হইতেছে না। যদি তিনি অন্যায় অনুরোধবশবর্ত্তী হইয়া প্রিন্সিপালের মানরক্ষার্থ ছাত্রদিগের নাম কর্ত্তনের অনুমতি দেন, অত্যন্ত অন্যায় করা হইবে। এ বিষয়ে মূল দোষী প্রিন্সিপাল, ছাত্রেরা নহেন। যিনি মূল দোষী, তিনি দিব্য দণ্ডে অব্যাহতি পাইয়া বিরাজ করিবেন, আর সেই মূল দোষীর দোষ যাহাদিগকে অনুচিত কার্য্যে প্রবর্ত্তিত করিল তাঁহারা দণ্ডিত হইবেন, ইহা কি কখন ন্যায়ানুগত হয়? আমাদিগের মতে উভয়ই দণ্ডনীয়। লেপ্টেনন্টগবর্ণর উভয়কে এবার সাবধান করিয়া দিয়া এ বিরোধের মী... মাংসা করিয়া দেন, এই আমাদিগের অভিপ্রেত। তাহা না করিয়া যদি ঐ ১৫০ ছাত্রের নাম কাটিয়া দেওয়া হয়, বাঙ্গালা দেশের একটী মহতী ক্ষতি হইবে। উঁহারা শিক্ষিত হইলে বাঙ্গালা দেশের কুচিকিৎসা কষ্টের অনেক নিবারণ হইবে সন্দেহ নাই। আমাদিগের যেরূপ অভিলাষ, বাঙ্গালা ক্লাসের ছাত্রেরা তদনুরূপ সুশিক্ষিত না হউন, উঁহারা যেরূপ শিক্ষা পাইতেছেন, তাহাতেও বাঙ্গালাদেশের অনেক উপকার লাভ হইতেছে। উপকার হইতেছে বলিয়াই আমরা মধ্যে মধ্যে ঐ ক্লাসের উৎকর্ষ সম্পাদনার্থ গবর্ণমেণ্ট, কালেজের কর্তৃপক্ষ এবং শিক্ষকগণকে উত্তেজনা করিয়া থাকি।

পরিশেষে আর একটী কথার উল্লেখ করিয়া প্রস্তাবের উপসংহার করা যাইতেছে। পরম্পরায় শুনা গেল, এই ঘটনার পর অবধি মাষ্টার চীবর্স অনেক শিষ্ট হইয়াছেন।

বিধবাবিবাহ।

গত ৩০ অগ্রহায়ণ রবিবারে জাজানাবাদের সন্নিহিত হাজীপুর গ্রামে মহা সমারোহে একটী বিধবাবিবাহ সম্পন্ন হইয়াছে। শ্রীযুক্ত রাজারাম মুখোপাধ্যায় বর, বরের বয়ঃক্রম ২৪ বৎসর, এই তাঁহার প্রথম বিবাহ। কন্যার নাম শ্রীমতী তরঙ্গিণী দেবী। ৭ সাত বৎসর বয়সে তরঙ্গিণীর প্রথম বিবাহ ও ৮ আট বৎসর বয়সে বৈধব্য সঙ্ঘটন হয় এক্ষণে উহার বয়ঃক্রম ১০ দশ বৎসর মাত্র। জিলার্বাঁকুড়ার অন্তঃপাতী পার্ব্বতীপুর নিবাসী নন্দকুমার চৌধুরীর সহিত তরঙ্গিণীর প্রথম বিবাহ হইয়াছিল।

বিধবাবিবাহ নির্ব্বাণ হইয়াছে, উৎপাত গিয়াছে, মনে করিয়া যাঁহারা উল্লাসিত হইয়াছিলেন, অদ্যতনীয় সম্বাদ তাঁহাদিগের নিরাকরণ, আর যাঁহারা ভগ্নোৎসাহ হইয়াছিলেন, তাঁহাদিগের উল্লাসকর হইবে সন্দেহ নাই। পল্লীগ্রামে যখন ...বিবাহ ...সম্পন্ন হইল, তখন যে ইহার ...

নিম [illegible] হইতেছে। অতঃপরে আর আমাদিগের সংশয় রহিতেছে না। বিদ্যাসাগর বহু [illegible] জীবী নন, তিনি অনেক সংশৌর্ষ বিধবাবিবাহকে পিতামাতার ও বন্ধুবর্গের ইচ্ছা প্রবর্ত্তিত ও প্রাথমিক বিবাহের ন্যায় সমারোহ সম্পাদিত দেখিয়া চরিতার্থ হইবেন সন্দেহ নাই।

বিবিধ সংবাদ।

১মা পৌষ সোমবার।

ইংলণ্ডীয় শিল্পপ্রদর্শনী সভা, ভঙ্গ হইয়াছে। আক্ষেপের বিষয় এই এ মেলা ১৮৫১ অব্দের মেলার ন্যায় সর্ব্বপ্রকারে উৎকৃষ্ট হয় নাই।

নদীয়ার এক জন নীলকর এক প্রজাকে বলপূর্ব্বক গুদামে বদ্ধ করেন। রুষক তত্রত্য ইউরোপীয় ডেপুটি মাজিষ্ট্রেটের নিকটে নালীশ করে। নীলকরও তাহাকে চোর বলিয়া অভিযোগ করে। [illegible] মহাশয় প্রজার নালীশ অগ্রাহ্য করিয়া তাহাকে বিদায় দেন। সে সেশিয়ন জজের নিকটে নালীশ করাতে জজ নথী তলপ করেন। ডেপুটি তাহাতে অসম্মত হওয়াতে প্রধানতম বিচারালয়ের নিকটে এবিষয় জানান হয়। প্রধান বিচারপতি তাঁহার পদচ্যুতির অনুরোধ করেন। কিন্তু [illegible] সাহেব তাহা না করিয়া ডেপুটি মাজিষ্ট্রেটের বেতন ও ক্ষমতার হ্রাস করিয়াছেন। আবার দুইমাস পরে তাঁহার যে পূর্ব্বমত বেতন হইবে একথা বলা বাহুল্য।

আমরা আহ্লাদিত হইলাম, ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট গঙ্গার গর্ভ বৃদ্ধি করিবার নিমিত্ত যত্নবান হইয়াছেন। ইহাতে দুটি লাভ হইবে, এক, দামোদরের স্রোত গঙ্গায় পতিত হইলে দামোদরের বাঁধ ভাঙ্গিয়া অথবা জলপ্লাবিত হইয়া যে যে দেশের অনিষ্ট হইতেছিল তাহার রক্ষা হইবে; দ্বিতীয়, গঙ্গায় যে চড়া পড়িয়াছে, তাহার উদ্ধার হইবে।

পঞ্জাবের [illegible] মৃত্যু হইয়াছে। এই বিখ্যাত [illegible] রাজা [illegible]

আজাহাবাদ [illegible] বলেন, এতদ্দে

[illegible] সাহেব পদত্যাগ করিবার সময়ে কয়েক জন সেক্রেটারি ও কোর্ট আদালতের জজের বেতন বৃদ্ধি করিবার প্রস্তাব করিয়া গিয়াছেন। অনেকই জল খাবে, দুর্ভিক্ষেরা হাড়ভাঙ্গা পরিশ্রম করেন, উদর পুরিয়া খাইতে পান না কিন্তু কেহই তাঁহাদিগের নাম করেন না।

উক্ত পত্র মানুষের বিশেষতঃ স্ত্রী জাতির স্বভাব চাঞ্চল্যের একটী উদাহরণ দিয়াছেন। এক ব্যক্তি (ইউরোপীয়) এক যুবতীর পাণিগ্রহণার্থী হইয়া তাঁহার পিতা মাতাকে এবিষয় জানান। তাঁহারা তাঁহার প্রস্তাবে সম্মত হন, কিন্তু কন্যাটি তৎকালে অনিচ্ছু ছিল। প্রার্থী কিছু দিন ঐ পরিবার মধ্যে বাস করেন, ক্রমশঃ কন্যাটির এমত প্রিয়পাত্র হইলেন যে সম্প্রতি হঠাৎ তাহার পিতা মাতার মত পরিবর্ত্ত হওয়াতে নায়ক নায়িকা গৃহ ত্যাগ করিয়া পলায়ন করিয়াছে। কোর্টসিপ প্রথা আর পিতা মাতার প্রভুত্ব এ উভয়ের একত্র সমাবেশ হওয়া কঠিন।

অযোধ্যাগেজেট বলেন, যাঁহার বিখ্যাত দস্যু দম্পৎ সিংহ হত হইয়াছে। এই ডাকাইত বিংশতি বৎসর পর্য্যন্ত উক্ত প্রদেশের ত্রাস স্বরূপ হইয়াছিল। সে সম্প্রতি নগার নিকটে নিভৃত ছিল, এমত সময়ে কয়েক জন ব্রাহ্মণ তাহাকে ধরিয়াছেন।

দিল্লীগেজেট পাতিয়ালার রাজার মৃত্যুর বিষয়ে হিন্দুস্থানি ভাষায় লিখিত বৃত্তান্ত প্রকাশ করিয়াছেন, রাজা মৃত্যুকালীন সাত শত ব্রাহ্মণকে দুগ্ধ এক শত গরু ও দুইসহস্র টাকা ও অনেক মিষ্টান্ন বিতরণ করিয়াছিলেন। দুই গাড়ি চন্দন কাষ্ঠ তিন মণ ঘৃত ও [illegible] মণ নারিকেল দ্বারা শব দাহ হয়। গঙ্গায় রাজার ভস্ম লইয়া গেলে দুই শত ঘোড়া [illegible] ব্রাহ্মণদিগকে দেওয়া হয়। তাঁহার মৃত্যুতে সকলে একরূপ দুঃখিত হইয়াছিলেন যে কেহ তিন দিবস রন্ধন করেন নাই। ঐ কয়েক দিবস দাক্তারির দোকান বন্ধ ছিল। বিচারালয় ও সরকারী আফিস সকল দশ দিন বদ্ধ হয়। রাজা নরেন্দ্র সিংহ যে যথার্থ প্রজাহিতৈষী ছিলেন তাহা একবারে প্রকাশ পাইতেছে। আমাদিগের অনেক অন্য রাজারা

কি এই ব্যবহার [illegible]

[illegible] রাইবন [illegible]

বিলিয়াম ৪ ঠা ডিসেম্বর [illegible] রাছেন। আগ্রয়ারি মাসের [illegible] ভবর্ষে আসিবেন। [illegible] সবিশেষ সমারোহ ও আড়ম্বর [illegible] রিবার উদ্যোগ করিতেছেন।

হিন্দুপেট্রিয়ট বার্ত্তা হইতে [illegible] ছেন সম্প্রতি রেলওয়ে সংক্রান্ত [illegible] হইয়াছে। কয়েক খানি [illegible] ভাঙ্গিয়াছে, অন্য কোন অনিষ্ট [illegible] পর, রামপুর ও মুঙ্গেরের [illegible] রেইলওয়ে বসিয়া গিয়াছে।

উক্ত পত্র আসাম হইতে [illegible] রাছেন, এক জন সহকারী [illegible] মুসলমান দরজীকে একটী [illegible] বলেন, দরজী তাহাতে অসম্মত [illegible] কর তাহাকে এমন প্রহার করে [illegible] থা কাটিয়া রক্ত বাহির হইয়াছে [illegible] দিয়া গিয়াছে নালীশ করাতে [illegible] টাকা জরিমানা হইয়াছে। [illegible] অপরাধ সে যে অভিন্ন [illegible] এই তাহার ভাগ্য।

ফিনিক্স বলেন, মুন্সেফদিগের [illegible] নাজিরের বেতন স্থির করিয়া [illegible] পনাদিগের বেতন বৃদ্ধি করিবার [illegible] তে বঙ্গদেশীয় গবর্ণমেণ্ট এবিষয়ে [illegible] গের মত চাহিয়াছেন। [illegible] বলেন, সেরেস্তাদারের ৫০ ও নাজিরের ৩০ টাকা বেতন ধার্য্য করা কর্ত্তব্য। সেরেস্তাদারের ৫০ টাকার ন্যূন বেতন হইলে ভাললোক মিলিবে না। তাহা হইলেই সেরেস্তাদারদিগের দৃষ্টি এদিক ওদিক [illegible] গবর্ণমেণ্ট দিয়ে আর ফিরুবেন না কেন?

উক্ত পত্রে এক জন চন্দন নগর হইতে লিখিয়াছেন, বারাসতের (জেলা [illegible] মধ্যে) চারি [illegible] এক টি বোতকে দশ [illegible] হইয়াছে। এই পাপ [illegible] হইতেছে।

ফিরান মিরার শ্রবণ করিয়াছেন [illegible] [illegible] নগরে করাসী [illegible] দিবার জন্য কয়েকটি [illegible]

…ছন্দী সম্রাট নিজব্যয়ে প্রতি বৎসর এত দ্দেশীয় কয়েক ব্যক্তি * কালে বিদ্যাশিক্ষা করাইবার জন্য পাঠাইবেন, কেবল এই [illegible] থাকিবে যে ছাত্রেরা নিতান্ত [illegible] বৎসর গবর্ণমেণ্টের কর্ম্ম করিবেন। [illegible] সম্রাট অনেক বিষয়ে আমাদিগের প্র[illegible] ও সম্মান ভাজন হইয়াছেন। আমাদিগের মনোরথ এই, ইংলণ্ডীয় ও ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট তাঁহার দৃষ্টান্তের অনুগামী হইয়া প্রতিবৎসর কয়েকজনকে ইংলণ্ডে বিদ্যাশিক্ষার্থ প্রেরণ করেন।

উত্তরপাড়ার মেদিনীপুরস্থ সংবাদদাতা [illegible]লেন, সম্প্রতি তত্রত্য দুইজন জমীদার পরস্পর দাঙ্গা করাতে কয়েক ব্যক্তি আহত হইয়াছে। জমীদারেরা এখনও অদ্যাপিও ত্যাগ করিলেন না।

বারাসতে এক "ভাইচাঁদের পুত্র" সঙ্কী দ্বারা একটি গরু বধ করাতে তাহার এক বৎসর মেয়াদ হইয়াছে। ভট্টাচার্য্যযুবক সঙ্কী বাহির করিতে না পারিয়া এক ছুরি দ্বারা তাহা বাহির করাতে গরুটির মৃত্যু হয়।

আমরা দুঃখিত হইয়া প্রকাশ করিতেছি উক্ত স্থানের পীড়াভিসন্ধ্য অদ্যাপিও যায় নাই। এক্ষণে বিস্তর লোকের মৃত্যু হইতেছে; যাঁহারা জ্বরাদিতে দুই বৎসর জ্বরভোগ করিয়া আসিতেছেন তাঁহারা এক্ষণে কিঞ্চিৎ জ্বরাধিক্যে প্রাণ ত্যাগ করিতেছেন। পুষ্করিণীর পাড়ে সব দাহ ও সেপণ আরম্ভ হইয়াছে। গবর্ণমেণ্ট অদ্যাপিও কমিসন নিযুক্ত অথবা ঔষধ প্রেরণ করিলেন না।

২রা পৌষ [illegible]বার।

[illegible] গবর্ণমেণ্টের সেক্রেটারি [illegible] [illegible] স্বীয় কর্ম্মের ভার পুনর্গ্রহণ [illegible] সাহেব বোর্ডে নিযাছে

[illegible] কোন কোন পত্রে প্রকাশিত হইয়াছে বাবু [illegible] দাস তেজপালের ন্যায় আরেক বণিক [illegible] বলিয়া অভিনন্দন [illegible] আছেন [illegible] থাকেন। ইহাতে [illegible] বণিক [illegible] ঘোষণা করিয়া [illegible] কোন [illegible] [illegible] তাঁহাকে [illegible] বণিক

সম্প্রদায় ও অন্য অন্য বাণিজ্য সভা হইতে বহিষ্কৃত করা হইবে

দিল্লী গেজেট বলেন পঞ্জাবে আর কত কগুলি ছোট আদালত স্থাপিত হইবে।

উক্ত পত্রী আরও বলেন পাতিয়ালার নূতন রাজা মহেন্দ্র সিংহ প্রাপ্ত বয়স্ক নন বলিয়া কয়েকজন প্রতিনিধির হস্তে শাসন ভার দেওয়া হইবে। অপর, শতদ্রুর (সৎলজের) কমিসনর গ্রিফেণ সাহেব একজন প্রতিনিধি হইবেন। বালক রাজার বিদ্যা শিক্ষার জন্য একজন উপযুক্ত ইংরাজকে নিযুক্ত করা কর্ত্তব্য।

হিন্দিক শ্রবণ করিয়াছেন গবর্ণমেণ্ট কলিকাতায় রণতরির এক আড্ডা করিতেছেন, বোম্বাই হইতে অনেক জাহাজ এখানে আসিবে। তন্নিমিত্ত খিদিরপুরের ডক পরিষ্কৃত করা হইতেছে। এরূপ জনশ্রুতি রণতরির অধ্যক্ষ সর জেম্‌স হোপ এবিষয়ের নিমিত্তই কলিকাতায় আসিয়াছিলেন।

শীঘ্র মাতলা পর্য্যন্ত রেইলওয়ে খুলিবে। পিয়ালির সেতু প্রায় প্রস্তুত হইল। বিলাত হইতে কয়েকখানি জাহাজ এবার একবারে মাতলায় আসিতেছে।

কাশ্মীরের রাজা সুরার উপরে অধিককর করিতেছেন। পান দোষ নিবারণই তাঁহার অভিপ্রেত। আমাদিগের মতে এ উৎকৃষ্ট উপায় নহে। সুরার মূল্য অধিক হইলে মাতালেরা খাবার চাউল বিক্রয় করিয়াও সুরা ক্রয় করিবে। ছোটো, জরিমানাদির ন্যায় দণ্ড দ্বারা উহার নিবারণ চেষ্টা দিবেন।

৩রা পৌষ বুধবার।

২২এ ডিসেম্বর কাশী পর্য্যন্ত রেইলওয়ে খুলিবে শুনা যাইতেছে।

চীনদেশ হইতে সংবাদ আসিয়াছে যাবতীয় সম্রাট লোক পেকিং নগর হইতে পলায়নে প্রস্তাব করিতেছেন। বিদ্রোহের সম্পূর্ণ সম্ভাবনা। পিকিনে কোন গোলযোগ নাই। রত্নবর্মী নামক যে পাদ্রী অভিজনে [illegible] করিয়াছিল, তাহার দশ বৎসর মেয়াদ হইয়াছে।

[illegible]

দেশীয়কে বধ করিয়াছিল। সামরিক বিচারালয়ে অবিচার প্রায় হয় না। কিন্তু সেণ্টমার্টিনের কি হইল?

প্রধান সেনাপতি এক্ষণে নানা স্থান ভ্রমণ করিয়া সেনাদিগের অবস্থা দর্শন করিতেছেন। তিনি শীঘ্র কাশীতে গমন করিবেন।

পরিদর্শক সম্পাদক বলেন, প্রেসিডেন্সি কালেজের বাঙ্গলা ভাষার প্রথম অধ্যাপক পদে শ্রীযুক্ত [illegible] ভট্টাচার্য্য, দ্বিতীয় পদে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় নিয়োজিত হইয়াছেন। আমরা যে শঙ্কা করিয়াছিলাম তাহা দূর হইল

৪ঠা পৌষ বৃহস্পতিবার

জানুয়ারি মাসের প্রারম্ভে আলিগড় পর্য্যন্ত রেইলওয়ে খুলিবে। আর ২২০ ক্রোশ হইলে আলাহাবাদ অবধি দিল্লী পর্য্যন্ত রেইলওয়ে হয়। যদি ১৮৬০ সেপ্টেম্বর পর্য্যন্ত যমুনার সেতু প্রস্তুত হয়, আগামি পূজার সময়ে অনেকে হবড়ায় টিকিট লইয়া দিল্লীতে নামিতে পারিবেন।

সেণ্টরস্থ মাকলিন বিষ্ণুলকর নামক এক জন ধূর্ত্ত পূর্ব্ব বিদ্রোহী ও হত্যাকারিকে ধারওয়ারে ধৃত করিয়াছেন। ঐ ব্যক্তি মানসন সাহেবকে বধ করিয়াছিল

মহারাষ্ট্রীয় ইন্দুপ্রকাশ বলেন, এক জন ব্রাহ্মণ ইংলণ্ড যাইতেছেন। এরূপ দৃষ্টান্ত নিতান্ত আবশ্যক।

পুনাঅবজারবর বলেন জেমিস সাসুন নামক যে ইহুদি পুনাতে একটি চিকিৎসালয় করিতেছেন, তিনি একটি ইহুদিবিদ্যালয়ের জন্য ৫০০০ টাকা দিয়াছেন।

মান্দ্রাজ টাইমস বলেন, সালেমের লোকেরা একটি ট্রামওয়ে করিবার জন্য এক কোম্পানি করিয়াছেন। বঙ্গদেশীয়দিগের [illegible] প্রবৃত্তি নাই কেন?

মান্দ্রাজে অনেকগুলি সেলাই কলের কল আসিয়াছে। তথাকার শীঘ্র [illegible] [illegible] থাকে। [illegible] ইংলণ্ডে [illegible]

সম্প্রতি কাছাড়ের লোকেরা তথায় একটী বঙ্গীয় বিদ্যালয় স্থাপিত করিবার প্রস্তাব করাতে লেপ্টনেন্ট গবর্ণর বলিয়াছেন এপ্রকার বিদ্যালয় অ র স্থাপিত হইবে না, গবর্ণমেণ্ট কেবল আনুকূল্য করিবেন এই মাত্র। অন্য প্রদেশে যেমন আনুকূল্য প্রথা প্রচারিত [illegible]রিয়া উঠিবে তার সম্ভাবনা নাই।

ভূপালের বেগম স্বীয় রাজ্যে ইষ্টাম্প ব্যবহার আরম্ভ করিয়াছেন। ঐ সঙ্গে আবকা[illegible]ও যেন চলে!

নিম্ন লিখিত টাকার নোট প্রচলিত হইয়াছে

	কলিকাতা	মান্দ্রাজ	বম্বাই
মোট	৭৪	৪৩	[illegible]
প্রচলিত টাকা	১১৪	[illegible]	[illegible]
আবশ্যক রেখা	[illegible]	[illegible]	[illegible]
গবর্ণমেণ্ট কাগজ	৮০	[illegible]	[illegible]

আরও অধিক টাকা গবর্ণমেণ্টের কাগজ ক্রয় করা না হয় [illegible] কে চারি কোটী টাকার নোট চলিত [illegible] কাগজ ক্রয় করিয়া রাখার করিয়া।

বঙ্গদেশীয় পবলিক ওয়ার্ক ডিপার্টমেণ্টে [illegible] নিযুক্ত কর্মচারিগণ [illegible] বেন।

প্রধান ইঞ্জিনিয়র

সুপারিণ্টেণ্ডিং ইঞ্জিনিয়র প্রথম শ্রেণী

দ্বিতীয়

এক্জিকিউটিব ইঞ্জিনিয়র

লাহোর [illegible] গমন করিয়াছেন [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

হইয়াছে। আফগানেরা হেরাটের চতুর্দিকে রহিয়াছে। পারস্য দেশীয় সৈন্য সহকারী হইয়া হেরাট পুনর্ব্বার সম্পাদনার্থ হেরাটে আসিয়াছেন।

বোম্বায়ের একখানি সংবাদ পত্রে দৃষ্ট হইল, শ্রীযুক্ত [illegible] তথায় বিশেষ সমাদরের সহিত গৃহীত হইয়াছেন। মোয়েত সাহেবের অনুগ্রহে ১০,০০০ টাকা চাঁদা আদায় হইয়াছে। লার্ড কানিং ও ডরিন্সের ভাগ্যে কি হইল?

গবর্ণমেণ্ট আজ্ঞা করিয়াছেন চিকিৎসক চাকরী মফস্বলে যাইলে যেরূপ হয় প্রত্যহ পাঁচ টাকা নচেৎ প্রতি ক্রোশে এক টাকা পাথেয় লইতে পারিবেন যে সকল চিকিৎসক কর্মচারী ৩ টাকা করিয়া প্রত্যহ পাইয়া থাকেন তাঁহারা যেরূপ প্রতি ক্রোশে চারি আনা লইতে পারিবেন। যাহাদিগের অধিক বার মফস্বলে যাইতে হয় তাহাদিগের শরীর ও অর্থ উভয়ের পক্ষেই সুবিধা।

ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট কায়মনোবাক্যে চীন দেশীয় সম্রাটের সাহায্য করিতেছেন। ইংলিসম্যান বলেন ২২ গণিত শীক সেনা দল কলিকাতায় আসিবার সময়ে চীন সৈন্য দিগকে আপনাদিগের অস্ত্র দিয়া আসিয়াছে। কয়েক জন ইংরাজ আফিসর চীন দিগকে সুশিক্ষা দিতেছেন। এক জন আমেরিকান সম্রাটের [illegible] সেনা [illegible] হইয়াছেন।

মধ্য ভারতবর্ষের [illegible] পতিত ভূমি বিক্রয় করিবার [illegible] প্রকাশ করিয়াছেন। কোন কোন প্রদেশে ৩০০০ কোথায় বা ৫০০০ একার প্রতিলাটে বিক্রীত হইবে। প্রতি একার উর্দ্ধসংখ্যা আড়াই টাকা ও ন্যূন সংখ্যা এক টাকায় বিক্রীত হইবে। মধ্য ভারতবর্ষের সাত অংশের একাংশ মাত্র কর্ষিত আছে। আমরা দেখিব পতিত ভূমি পাইয়া সেখানে কর্ষিতে [illegible] যে দুর্ভ ধরিয়াছেন সে কথা অথবা সর চার্লস উডকে বিরক্ত করিবার নিমিত্ত।

বণিক সম্প্রদায় সম্প্রতি [illegible] টাকা [illegible] জন্য [illegible]।

[illegible]

[illegible]

হইতে রক্ষা পান।

৫ই পৌষ শুক্রবার।

[illegible] বিদ্যুচ্ছানী অযোধ্যায় [illegible] সাংবৎসরিক কার্য্য [illegible] করি[illegible] আমরা আহ্লাদিত হইলাম [illegible] ভূস্বামীরা ক্রমশঃ আপনাদিগের [illegible] কর্ত্তব্য বুঝিতেছেন। সম্প্রতি [illegible] কাজের প্রস্তাব হইয়াছিল [illegible] প্রয়োজন করিয়াছেন। [illegible] ও রাজমিতীয় [illegible] ইহার [illegible] স্বীকার করিয়াছেন, তবে এতদ্বিষয়ে [illegible] করার বিলম্ব হইতেছে কেন?

[illegible] ফ্রিবিজ বলেন বোম্বাইয়ের [illegible] হইয়া না আসিয়া আগ্রা দিয়া [illegible] পর্য্যন্ত বাষ্পীয় শকট [illegible] বিলম্ব নাই, তবে উক্ত [illegible] করিবার কারণ কি?

লণ্ডনের ভূগর্ভস্থ রেইলওয়ে [illegible] হইয়াছে। শীঘ্র বাষ্পীয় শকট [illegible] মধ্যে [illegible] আলোক [illegible] অন্য বন্দোবস্ত হইয়াছে, [illegible] কোন কষ্ট হইবে না। [illegible] অয়।

[illegible] দেওয়ানী [illegible] হইতে [illegible] আপনার [illegible] কোন [illegible] আমার [illegible] এ [illegible] চাহি [illegible] সংবাদপত্র [illegible] গালি দিতে আরম্ভ করেন [illegible] সম্পাদক [illegible] উকীল দ্বারা [illegible] আমার তিনি যদি [illegible] অন্যায় বলিয়া স্বীকার [illegible] না করেন তাহা হইলে তাঁহার নামে নালিশ

হইবে। হরকরার সম্পাদক বলিলেন, তিনি যাহা লিখিয়াছেন সে সমুদায় সত্য এবং তিনি যে শ্রেণীর কথা বলিয়াছেন তন্মধ্যে একজন সাহেবকে গণনা করেন নাই? চাই। ... স্ত্রীলোকদিগের একটী স্ত্রীলোক [illegible] রাখিবার জন্য আবেদন [illegible] পদবীতে প্রেরণ না [illegible] ছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের মহাসভা তাহাকে বহিষ্কৃত করিয়াছেন। ঐ স্ত্রীলোকটী হইতে একটী সামাজিক প্রশ্নের [illegible] তাহার মীমাংসার আবশ্যকতা [illegible]। প্রশ্ন এই, স্ত্রীলোকেরা [illegible] শিক্ষা পাইলে স্ত্রীজাতীর সবিশেষ উপকার সাধনে সমর্থ হইবেন কি না? পীড়ার কালে স্ত্রীলোকদিগকে লজ্জা পরিত্যাগ করিয়া পুরুষ চিকিৎসকের হস্তে শরীর সমর্পণ করিতে হয় স্ত্রীলোক চিকিৎসক হইলে সে লজ্জা পাইতে হবে না।

৬ই পৌষ শনিবার।

গবর্ণমেন্ট আঁদামান হইতে কয়েক জন দুষ্কৃত বন্দিকে আলিপুরে আনিবার জন্য নাবিকের বহরের তত্ত্বাবধারককে ৪০০০ টাকা দিয়াছেন।

যে সকল পঞ্জাবী সেনা চীনদেশে হত হয় এবং যাহারা তত্রত্য কারাগার হইতে মুক্ত হইয়া আসিয়াছে তাহাদিগের পরিবার গণের সাহায্যার্থ ভারতবর্ষীয় গবর্ণমেন্ট, পঞ্জাব গবর্ণমেন্টকে ১,২০,০০০ টাকা দিতে সম্মত হইয়াছেন।

ডাক্তর ফোজিয়রের মৃত্যু হওয়াতে ডাক্তর ইউয়ার্ট মেডিকল কালেজে তৎপদে প্রতিষ্ঠিত হইবেন।

গোলোকদাস তেজপাল ঘটিত বিষয় লইয়া ক্রমশঃ অধিকতর গোলযোগ উপস্থিত হইতেছে। বোম্বাই গেজেটের সম্পাদকের নিকট এক ব্যক্তি ১০০০ টাকা জমা করিয়া প্রকাশ করিয়া দিয়াছেন বোম্বাই ও এতদ্দেশীয় যাবতীয় বণিক অপেক্ষা তাঁহার অধিক টাকা দিয়া অপর লোককে [illegible] গেল। তিনি বলিয়াছেন, ... সেইল জাহাজে যে সকল ... জানিবে তাহা খুলিলেই দেখা যাইবে, অনেক টাকা মজুত আছে, যদি ইহা না হয়, তাহা হইলে তিনি তত্রত্য বণিক সম্প্রদায়ের নিকটে ঐ টাকা দিবেন এবং তাহা ল্যাঙ্কেশায়ারের সাহায্যার্থ প্রেরিত হইবে। বণিক সম্প্রদায় যদি আপনাদিগের দোষক্ষালন করিতে চাহেন ঐ রূপ বাজি রাখিয়া আত্মদোষ ক্ষালন করুন।

ফিনিক্স পত্র বলেন, লার্ড এলগিন দরবারের পূর্ব্বে এতদ্দেশীয় রাজা ও তালুকদারদিগকে পত্র প্রেরণ করিয়াছেন। তাঁহারা অল্প সহচর লইয়া আইসেন, গবর্ণর জেনেরলের এই ইচ্ছা।

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

৩রা পৌষ বুধবার

সিলেক্ট কমিটি সভার কার্য্য প্রণালী সংশোধন করিবার বিষয়ে রিপোর্ট করিয়াছেন, সভাপতি তাহা অর্পণ করিবার প্রস্তাব করিয়া বলিলেন, এতদ্দ্বারা সভার স্বাধীনতার প্রতি হস্তক্ষেপ করা হইতেছে না। রিপোর্ট অনুসারে প্রণালী স্থির হইল।

মেইন সাহেব কয়ার তদের বিলের প্রতি সিলেক্ট কমিটির রিপোর্ট প্রদান করিলেন। তিনি আরও [illegible] প্রধানতম বিচারালয়ের উকীলের খরচ লইবার বিধি ১৮৬৩ অব্দের ৩১এ জুলাই পর্য্যন্ত [illegible] রাখিবার জন্য এক বিল অর্পণ করিলেন। [illegible] সিঙ্গাপুর প্রভৃতিতে মিউনিসিপ[illegible] মনোনীত করিবার বিল অর্পণ [illegible]

হ্যারিংটন সাহেব [illegible] শ্রেণীর খৃষ্টীয়ানদিগের বিবাহ ও আব[illegible] আইন সংশোধন বিষয়ক দুই বিল অর্পণ করিলেন।

ইউরোপীয় সমাচার।

লণ্ডন ১৮ই নবেম্বর। মিষ্টর অব ওয়েলসের জন্ম দিবসে যাবতীয় আফিসার উচ্চ পদ পাইয়াছেন। ফরাশী গবর্ণমেন্ট আমেরিকার যুদ্ধ ছয় মাস কাল বন্দ করিবার যে প্রস্তাব করেন ইংলণ্ড ও রুশীয়া তাহা অগ্রাহ্য করিয়াছেন। আমেরিকার দাসাধ্যক্ষ লোকদিগের ক্ষমতা বৃদ্ধি হইয়াছে। নিউ ইয়র্ক প্রদেশ হইতে [illegible] লোকদিগের পক্ষে ১৭ জন ও ১২ জন ... তত্র প্রেরণ প্রতিনিধি মনোনীত হইয়াছেন। [illegible] লোকে [illegible] না লোকদিগের [illegible]

হইয়াছেন। ইংলণ্ডেশ্বরী উইগুসরে [illegible]

লণ্ডন ২৫এ নবেম্বর। গারিবল্ডি [illegible] হইয়াছেন ও বন্দুকের গুলি তাঁহার পদে নিযুক্ত হইয়াছে। ইটালিতে লোকে অতিশয় উৎসাহিত হইয়াছেন। গবর্ণমেন্টের সেনারা আমেরিকা অগ্রসর হইতেছে। বিদ্রোহীরা কানকিন হইতে গমন করিয়াছে। রাজকুমার আলফ্রেড গ্রীসের রাজা মনোনীত হইবেন, ইহা অনেকে নিশ্চিত জ্ঞান করিতেছেন।

গবর্ণমেন্ট বিজ্ঞাপন।

বাঙ্গলা দেশীয় লেপ্টেনেন্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

১২ই নবেম্বর—জে, এ, ক্রাফোর্ড, নাবার ... ন্দের আসিষ্টাণ্ট মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন। তিনি ঐ প্রদেশে মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইবেন। কিন্তু যত দিন অন্য হুকুম না হয় ততদিন ঐ প্রদেশে কার্য্য মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের কার্য্য নির্ব্বাহ করিবেন

২রা ডিসেম্বর—বারাসতের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু অভয়চরণ মল্লিক চব্বিশপরগণার সদরষ্টেশনে বদলী হইয়াছেন এবং তিনি কলিকাতার ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইয়াছেন।

১০ই ডিসেম্বর—সি, সি, ষ্টিবন্স বীরভূমের আসিষ্টাণ্ট মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন এবং ফৌজদারি আইনের (১৮৬১ অব্দের ২৫ আইন) ২২ ধারানুসারে ঐ প্রদেশে দ্বিতীয় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

জে, ওয়েষ্টমাকট যশোহরের আসিষ্টাণ্ট মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন এবং ফৌজদারি আইনের (১৮৬১ অব্দের ২৫ আইন) ২২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

মায়াবাদের প্রতিনিধি ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু বনমালী মিশ্র ফৌজদারী আইনের (১৮৬১ অব্দের ২৫ আইন) ২২ ধারানুসারে ঐ প্রদেশে প্রথম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

মি, ওয়ালন ... প্রতিনিধি মেডিকেল আফিসার হইবেন

১০ই ডিসেম্বর—[illegible]

...৩ আইন অনুসারে ত্রিপুরা ... বরদামহিংহ ঢাকা, জামালপুর ও বাখরগঞ্জে ডেপুটি কালেক্টরের সম্পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হইবেন।

জে এফ এন ওয়াইজ এম ডি চট্টগ্রামের সিবিল এসিষ্টাণ্ট সর্জন হইবেন

ডাক্তর জে ষ্টুয়ার্ট এম ডি মেডিকেল কালেজের এনাটমি ফিজিওলজি কম্পারেটিভ এনাটমি, জুলজি এই সকল বিষয়ে প্রতিনিধি অধ্যাপক হইবেন।

চম্পারণের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর মৌলবী আজার উল হক বাকরগঞ্জে বদলি হইয়াছেন। তিনি ঐ প্রদেশে মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতানুসারে কার্য্য করিবেন।

বাকরগঞ্জের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায় চম্পারণে বদলি হইয়াছেন। তিনি ঐ প্রদেশে ফৌজদারী আইনের (১৮৬১ অব্দের ২৫ আইন) ২২ ধারানুসারে ঐ প্রদেশে প্রথম শ্রেণীর সবর্ডিনেট মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর মৌলবী মুলীম উদ্দীন আহাম্মদ দেনাজপুর সবডিবিজনের ভার প্রাপ্ত হইয়াছেন। তিনি মজীস্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

বালেশ্বরের আসেসর ও ডেপুটি কালেক্টর বাবু অটলবিহারী পাল ঐ প্রদেশে ১৮৩৩ অব্দের ৯ আইন অনুসারে ডেপুটি কালেক্টর হইবেন।

ফিরোজপুরের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর মৌলবী আবদুল গফার হাওড়ায় বদলি হইয়াছেন এবং ফৌজদারী আইনের ২২ ধারানুসারে ঐ প্রদেশে প্রথম শ্রেণীর সবর্ডিনেট মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন

পাবনার ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু পূর্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় বাকরগঞ্জে বদলি হইয়াছেন। তিনি ঐ প্রদেশে মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

নদোয়ার ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর মৌলবী ওয়াজিদ উদ্দীন পাবনায় বদলী হইয়াছেন। তিনি ঐ প্রদেশে ফৌজদারী আইনের ২২ ধারানুসারে প্রথম শ্রেণীর সবর্ডিনেট মাজিষ্ট্রেটের ক্ষমতানুসারে কার্য্য করিবেন।

সি, এফ, মণ্টেসর চব্বিশপরগনার মাজিষ্ট্রেট এবং ২৬এ অক্টোবর আলিপুর জেলের সুপরিণ্টেণ্ডেণ্টের পদ প্রাপ্ত হইয়াছেন।

৬ই ডিসেম্বর—নিম্ন লিখিত ব্যক্তিরা বাকুড়ার মিউনিসিপাল কমিটির সভ্য হইবেন:—

বর্দ্ধমানের কমিসনর সভাপতি।

বাকুড়ার মাজিষ্ট্রেট ও সিবিল আসিষ্টাণ্ট সর্জন, আপন আপন পদ গুণে।

পি জি বিবেল; জি ডি ইউ গ্রিন, নিকলস কার্নিকল, জন ইউয়ার্ট, উইলিয়ম স্টুয়ার্ট, জন রস বর্থেস, জে, এস, মেলভী ও এবেল সাহেবেরা, এবং বাবু বঙ্কিমচন্দ্র বসু, গোপালচন্দ্র চৌধুরী, ও ক্ষেত্রমোহন মিত্র।

৮ই ডিসেম্বর—বাবু কাশীনাথ পণ্ডিত ১৬ই নবেম্বর অবধি হিজলীর আসেসর হইয়াছেন।

৯ই ডিসেম্বর—নিম্ন লিখিত ব্যক্তিরা ১৮৫৬ অব্দের ২০ আইন অনুসারে রাজসাহী বিভাগের মিউনিসিপাল কমিটির সভ্য হইবেন:—

মুরশিদাবাদ।

গবর্ণর জেনরেলের এজেণ্ট, রাজা প্রসন্ন নারায়ণ দেব; নবাব সৈয়দ আলি খাঁ; জি ডবলিউ উলিয়ম সাহেব, বাবু ধরণাল সিংহ দুগড়, এইচ সি করুণ সাহেব ও জি ধনপাৎ স্বীয় পদানুসারে সেক্রেটারি।

বহরমপুর।

বাবু পুলিন বিহারী সেন।

উক্ত স্থানের প্রতিনিধি সেনাপতি স্বীয় পদানুসারে।

নদোয়া।

এ এম ষ্টুয়ার্ট, এস এম ডার্বিন সাহেবেরা, বাবু বদলাল সিংহ, মৃত্যুঞ্জয় চক্রবর্ত্তী, জে সি গোজ্জ সাহেব স্বীয় পদানুসারে সেক্রেটারি।

এচ, টি, মক্ত ও বাবু দেবীদাস অক্রুল মণ্ডল। রামপুর বোয়ালিয়া।

বাবু নারায়ণ প্রসাদ সেন।

মহেশগঞ্জ রঙ্গপুর মুন্সি রসিকিল মহম্মদ।

পাবনা।

ছোট আদালতের জজ, বাবু গৌরনারায়ণ রায়, কালাচাঁদ অধিকারী, রামতনু সাহা; গুরুপ্রসাদ সাহা, ব্রজনাথ সাহা ও হরনাথ সাহা।

কুমারখালী।

ছোট আদালতের জজ পি প্রেন্টিস সাহেব, বাবু কৈলাসচন্দ্র মজুমদার; বংশীধর সেন; মদনমোহন মজুমদার।

সেরাজগঞ্জ।

ছোটআদালতের জজ আর, এচ, হ্যালি সাহেব, বাবু লালচাঁদ ও ললিতমোহন এই নিয়োগ তদবধি গত ২৪এ সেপ্টেম্বর অবধি হইয়াছে।

মালদহ।

ছোটআদালতের জজ, কুমার ... রায় চৌধুরী মহম্মদ আলি খাঁ।

নিম্ন লিখিত কর্ম্মচারিরা আপন আপন এলাকার মধ্যে স্বীয় স্বীয় পদানুসারে উক্ত সকল কমিটির সভ্য হইবেন:—

কমিসনর; একজিকুটিব ইঞ্জিনিয়র ও সিবিল সর্জন; মাজিষ্ট্রেট স্বীয় পদানুসারে সভাপতি হইবেন।

১০ই ডিসেম্বর—এ, এ, মার্টিন সাহেব ... সিবিল আসিষ্টাণ্ট সর্জন হইবেন।

নদীয়ার প্রতিনিধি ডেপুটি কালেক্টর বাবু গোপালচন্দ্র সেন যশোহরে বদলী হইয়া তত্রত্য প্রতিনিধি কমিসনরের অধীনে কর্ম্ম করিবেন এবং ফৌজদারি আইনের ২২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

১২ই ডিসেম্বর—জে, সি সাহেব বাজিতপুরের প্রতিনিধি সব ডেপুটি অফিসর হইবেন।

১৩ই ডিসেম্বর—ই, এচ, লসিংটন সাহেব বঙ্গদেশীয় গবর্ণমেণ্টের সেক্রেটারি হইবেন।

জে, সি, জনসন ও ... সাহেবেরা ময়মনসিংহের কমিটির সভ্য হইবেন।

নিম্নলিখিত জজ ... কার্য্য অন্তঃপাতি চক্রদিঘীর ... সভার সভ্য হইবেন।

বর্দ্ধমানের মাজিষ্ট্রেট সভাপতি।

বর্দ্ধমানের সিবিল আসিষ্টাণ্ট সর্জন।

বাবু প্যারীচরণ রায়; ... ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাবু শ্রীরাম চট্টোপাধ্যায়, ও কেদারনাথ সেন। চক্রদিঘী বিদ্যালয়ের প্রধান শিক্ষক; বাবু সারদাপ্রসাদ ... সভ্য ও সেক্রেটারি।

যশোহরের ডেপুটি মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর মৌলবী আমান আহম্মদ কিছু দিনের নিমিত্ত মানভূম জেলার সীমা নির্ণয়ের জন্য কালেক্টরির ডিপার্টমেণ্টে বদলী হইয়া ১৮২২ অব্দের ৭ আইন ও ১৮২... অব্দের ৯ আইন অনুসারে হাজারিবাগ, লোহারডাগা, সিংভূম, মানভূম ও বাঁকুড়ার কালেক্টরের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

১৬ই ডিসেম্বর—ভাগলপুর বিভাগ ও সাঁওতাল পরগণার প্রতিনিধি কমিসনর এ, ... সাহেব সি, বি, উক্ত স্থানের সম্পূর্ণ কমিসনর হইবেন।

পত্রপ্রেরকের প্রতি।

আমরা সবিশেষ অনুসন্ধান না করিয়া পাবনার রামসুন্দর রায়ের পত্র প্রকাশ করিতে পারিলাম না।

কান্দির অন্তঃপাতী গোপীনাথ পুর পরগনা লইয়া মোহিনি আলি খাঁর সহিত নবাব নাজিমের যে বিবাদ বাজা ও তন্মূলক অত্যাচার হইতেছে তদ্ঘটিত প্রেরিত পত্র এমনি অশুদ্ধ অক্ষরে ও কদর্য্য ভাষায় লিখিত হইয়াছে যে তাহা কোন ক্রমেই প্রকাশ যোগ্য বোধ হইল না।

ছাতিনা কান্দির পত্র প্রকাশ করিলে অপর পত্র প্রেরকের সহিত কেবল বিবাদ বৃদ্ধি হইবে।

পৌত্তলিক ধর্ম্মাবলম্বী কোন এক ব্রাহ্মণে রক্ষা করিয়া ব্রাহ্মদিগকে গালি দিয়াছেন। এই জন্য তাঁহার পত্র পরিত্যক্ত হইল। সোমপ্রকাশ কলহ ও বৈরনির্যাতন যন্ত্র নহে।

এলশকাঠী চাপরাশীর নামে উপরে এক খানি আবেদন করিল কেবল তাহার নয় আর কাহার অন্যায় মাশুল লইবার রোগ থাকে, তাহার প্রতীকার হইবে।

কাশ্চিৎ জনপোস্তি ? স্বাক্ষরিত পত্র প্রকাশ করাগেল না। ইহাতে ইনকমটাক্স সংগ্রহকারের অত্যাচারের কথা লিখিত আছে। এ পুরাণ সম্বাদ।

রোসনা নিবাসির পত্র অত্যন্তদীর্ঘ বলিয়া পরিত্যক্ত হইল।

প্রেরিত

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয় সমীপেষু।

গত শারদীয় পূজার অবকাশে নানা স্থানে ভ্রমণ করিয়া পশ্চাৎ জেলা নদীয়ার অন্তঃপাতি উলা গ্রামের মহামারীজনিত দুরবস্থা দেখিতে গিয়াছিলাম। মহামারী জন্য ভাগীরথীর উত্তর উত্তর পার্শ্বস্থ গ্রাম লোক শূন্য ও বনাবৃত হইয়াছে। যে অল্প সংখ্যক লোক আছে, তাহারা ঘর দ্বৈধ করিতেছে। এই সকল লোকাবৃত বাগান দেখিয়া যখন উলার উত্তীর্ণ হইলাম, তখন আমার শোকসিন্ধু উথলিত হইয়া উঠিল। গ্রামখানি অতি সুন্দর। ৫।৬ বৎসর পূর্ব্বে ইহা যে জীবন ও আনন্দে পূর্ণ ছিল, চতুর্দ্দিকে তাহার বিলক্ষণ প্রমাণ পাইলাম অনুমান হয় এক প্রকার নিশ্চয় করিলাম পূর্ব্বে ইহাতে নবিচারি সহস্র বা পঞ্চ সহস্র ঘর লোক বসতি ছিল। রাজপথের লক্ষণ দেখিয়া বোধ হইল পূর্ব্বে ইহা অতি পরিষ্কার স্থান ছিল; কিন্তু এক্ষণে চতুর্দ্দিক জঙ্গলে পরিপূর্ণ হইয়াছে। বৃহৎ বৃহৎ বাটী সকল পতিত হইতেছে কোন স্থানে দুই চারি জন মনুষ্য বসিয়া আছে। অপরাহ্ণে গ্রামে প্রবেশ করিলে যেরূপ ক্ষুদ্র ক্ষুদ্র বালক বালিকাগণের ক্রীড়ার উল্লাস দেখিতে পাওয়া যায় তাহা এই গ্রামের কুত্রাপি দেখিতে পাইলাম না। তাহাতে মনে দুঃখ হইতে লাগিল। এক স্থানে প্রায় ৫০/ বিঘা পরিমিত একটী ঘেরা স্থানের মধ্য হইতে কোন প্রাচীন সম্পত্তিশালী ব্যক্তির পুরাতন অট্টালিকার ভিত্তিমূল ইষ্টক রেলওয়ে কোম্পানি কর্ত্তৃক উৎপাটিত হইতেছে। তাহার স্থানে স্থানে অত্যুচ্চ নহবত্ খানা প্রভৃতি পূর্ব্ব সমৃদ্ধির পরিচয় দিতেছে। এই বাটীর ভিত্তিমূলের চিহ্ন ও অবশিষ্ট অংশ সকল দেখিয়া আমি বসিয়া পড়িলাম। অবশেষে দুঃখ সহ্য করিতে না পারিয়া মাথায় হাত দিয়া ক্রন্দন করিতে লাগিলাম। এমত সময়ে কোন ভদ্র সন্তান আমাকে ক্রন্দনের কারণ জিজ্ঞাসা করিলেন। আমার প্রত্যুত্তর শ্রবণে তিনি আমাকে "দুঃখ হইবারই বিষয় বটে, কাঁদিবারই বিষয় বটে" বলিয়া যথেষ্ট সান্ত্বনা প্রদান করিয়া আমার পরিচয় জিজ্ঞাসা করিলে তাঁহার সহিত আলাপ হইল, দেখিলাম তাঁহার শরীর অস্থি চর্ম্ম শীর্ণ হইয়াছে। পদ ও বাহুদ্বয় ক্ষীণ, উদর স্ফীত ও মুখমণ্ডল কালিমাতে আচ্ছন্ন হইয়াছে। তাঁহার নিকট গ্রামের পূর্ব্ব সৌভাগ্য ও বর্ত্তমান দুরবস্থার অনেক কথা শুনিলাম। শুনিয়া আমার হৃদয় বিদীর্ণ হইতে লাগিল। এই রূপে বেলা একটা অবধি সন্ধ্যা পর্য্যন্ত গ্রামের দক্ষিণ পূর্ব্ব ও উত্তর ভাগ দর্শন করিয়া পূর্ব্ব ভাগে উত্তীর্ণ হইলাম। পূর্ব্ব ভাগের এক স্থানে কিছু ধূম ধাম দৃষ্ট হইল। চতুর্দ্দিকে অট্টালিকা, তন্মধ্যে ভাগ দিয়া প্রকাশ্য রাস্তা। চারিদিকে বৈঠকখানার লোক গম্ গম্ করিতেছে। দেখিয়া কিছু সাহস হইল। জিজ্ঞাসা দ্বারা জ্ঞাত হইলাম ঐ বাটীর স্বামী এক্ষণে গ্রামের মধ্যে প্রধান ধনী। তাঁহার জমীদারী, বিষয়, বিভব অনেক আছে। শুনিলাম সেই বাটি হইতে অনেক লোক মহামারীতে বিনষ্ট হইয়াছেন। [illegible] পরিত্যাগ করিয়া কিছু [illegible] করিতে করিতে পথি মধ্যে দেখিলাম কতকগুলি ভদ্র সন্তান কোন সভায় গমন করিতেছেন। জানিলাম যে সে দিবস গ্রাম মধ্যে একটী ঔষধালয় স্থাপন করিবার উদ্দেশে তাঁহারা এক সভা করিবেন। আমি শুনিয়া তাঁহাদিগকে কহিলাম যে এত দিন এখানে ঔষধালয় হয় নাই কেন? তাঁহারা কহিলেন, এত দিনের বিপদ এমনি ভয়ানক ছিল ও তজ্জন্য আমরা আপন আপন লইয়া এত ব্যস্ত ছিলাম, যে ঔষধালয় কি এক জন কবিরাজ ডাকাইয়া চিকিৎসা করাইবার অবকাশ কাল পাওয়া যায় নাই। এক্ষণে মহামারী রূপ প্রবল হুতাশনের কিছু শান্তি হইয়াছে, তাহাতেই আমরা গ্রামের মঙ্গলার্থে এত দিনের পর উদ্যোগী হইতেছি। অতঃপর তাঁহারা আমার পরিচয় জিজ্ঞাসা করিয়া আহ্বান করিলে আমি তাঁহাদিগের সঙ্গে সেই সভায় গমন করিলাম। ঐ গ্রামের মুস্তৌফী মহাশয়দিগের বাটিতে ঐ সভা হইল। মুস্তৌফী মহাশয়দিগের নাম আমার পূর্ব্বে শুনা ছিল। তাঁহার সেই পরিবারের কোন কোন মহাশয়ের সহিত আলাপ হওয়ায় অতিশয় আনন্দিত হইলাম।

সন্ধ্যার পর ৭ ঘণ্টার সময় সভা আরম্ভ হইল। কোন এক ভদ্র সন্তান প্রথমে সভাসদ ব্যক্তিদিগকে সম্বোধন করিয়া সভার উদ্দেশ্য সম্বন্ধে এক বক্তৃতা করিলেন তৎপরে গ্রামের পূর্ব্বাবস্থা ও বর্ত্তমান অবস্থা বিষয়ে এক সুদীর্ঘ প্রবন্ধ পাঠ করিলেন। তৎপরে অপর এক ব্যক্তি এক বক্তৃতা করিলেন। অবশেষে সভার কার্য্যের বিবরণ ও নিয়মাদি লিপি বদ্ধ হইলে পর রাত্রি ৮ ঘটিকার সময় সভা ভঙ্গ হইল। এই সভার কার্য্য দেখিয়া আমার মনে অত্যন্ত আহ্লাদের সঞ্চার হইল। ইহাতে যে সকল যুবক উপস্থিত ছিলেন তাঁহারা আপনাদের সংকল্প সুসিদ্ধ করিতে পারিলে গ্রামের পরোপকার হইবেক।

আমি যে সকল মহাশয়ের সহিত সভায় গিয়াছিলাম তাঁহারা আমাকে সমাদরের সহিত সে রাত্রি তাঁহারদিগের বাটিতে লইয়া গেলেন, এবং আমার প্রার্থনা মতে উক্ত বক্তৃতাটী আমাকে আনিয়া দিলে আমি তাহার এক প্রতিলিপি লইলাম। আমার এই ভ্রমণ বৃত্তান্ত মহাশয়ের অমূল্য সম্বাদ পত্রে প্রকাশিত হইলে পশ্চাৎ মহাশয়ের নিকট ঐ বক্তৃতা পাঠাইব। [illegible] পাঠ করিয়া মহাশয় আবশ্যক বিবেচনা করিলে [illegible] উক্ত গ্রামের যে প্র-

...র হইবার। কেননা বিলাতের তাঁহা আবার জেলখানী ...র্ব্বিষ্ট। শেষ করিতে পারে না। অতএব ক... ...লৌর অনুগ্রহ পূর্ব্বক আ... এই পত্র খানি ...প্রকাশ করিয়া আমাকে চিরবাধিত করিবেন। ...ষ্টি।

...র্দ্ধমান
...৫ই অগ্রহায়ণ } পথিক
...২৭৯

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক
মহাশয় সমীপেষু।

মফস্বলের ছোটআদালত।

যেখানে যেখানে এই অভিনব বিচারালয় ...স্থাপিত হইয়াছে, প্রায় সে সমুদায়েরই লোকের ...নিন্দা শুনিতে পাওয়া যায়। ইহার তিনটি কারণ ...আছে। এক, বিচারপতিগণের শীঘ্র শীঘ্র নি-...ষ্পত্তি করিবার প্রবল ইচ্ছা, দ্বিতীয় বিচারপতি-...দের স্কন্ধে অনেক কার্য্যের ভার সমর্পিত হই-...য়াছে, প্রতিদিনের অপরিমিত পরিশ্রমে তাঁ-...হাদিগের চিত্তের স্থিরতার তিরোভাব হইয়া ...ছে, সুতরাং অস্থির চিত্তের নিকট কিরূপে ...বিচারের প্রত্যাশা করা যাইতে পারে? তৃতী-...য়, যে সে বিচারপতির অধিকাংশ সুবিচার ...তঃ আমাদিগের অতিসুখ প্রতিষ্ঠা হয়, তাঁ-...হারা অবশ্যই যথার্থ ধন্যবাদের যোগ্য পাত্র। ...কিন্তু ছোট আদালতের কৃত নিষ্পত্তির উ-...পর আপীল না থাকাতে অনেকানেক বিচার-...পতি এদিগে বড় একটু মনোযোগী হয়েন না। ...তাঁহারা অন্য মকদ্দমায় বিশেষ মনোযোগী হইবার ...স্বার্থরূপ একটী বিশিষ্ট কারণ আছে, ...তাঁহাদের কৃত বিচার উচ্চ আদালতে অপরি-...বর্ত্তিত হইলে প্রতিষ্ঠা লাভ ও পদ বৃদ্ধি হইয়া ...থাকে, সুতরাং যে দিগে ফল পা... সে দিগে ...দৃষ্টি থাকিবে বই। ...দিগে শীঘ্র শীঘ্র বহু সংখ্য ...মকদ্দমার নিষ্পত্তি ক... পারিলেই আদা-...লতের বিষয়ে এক প্রকার প্রশংসা লাভ হইয়া ...থাকে, তবে কে আর তত পরিশ্রম করে! হায় ...ঐ অনুদর্শী বিচারপতি ইহা কি বিবেচনা ...করেন না, যে, ছোটআদালতের পর আর বাদি-...দের বর্ত্তা, কর্ত্তা, বিধাতা তিনিই, তাঁহাদিগের ...আর উপায় নাই।

যাহা হউক, গবর্ণমেন্টের এবিষয়ে একটি ...উপায় করা আবশ্যক, আমাদিগের বিবেচনায় ...র কাজে সেই ... প্রয়োজন ...

ছুটীয়া বিচার করিলে সত্যের অপলাপ হইবার বড় সম্ভাবনা থাকে না।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক
মহাশয়েষু।

গত ১লা পৌষের সোমপ্রকাশে কুমার-খালি নিবাসি শ্রীযুক্ত চন্দ্রকুমার তর্কবাগীশ ভ-ট্টাচার্য্য মহাশয়ের বাগদান কাল প্রভৃতির নির্ণয় বিষয়ক বিচারে প্রবৃত্তি দেখিয়া আমি পরিতোষ লাভ করিলাম। আমার অভিলাষ ছিল, কোন প্রধান স্মার্ত্ত অধ্যাপক এবিষয়ে প্রবৃত্ত হইয়া তন্ন তন্ন করিয়া বিচার পূর্ব্বক মীমাংসা করিয়া দিলে, আমা... ...হয়ে যদি কিছু ভ্রম হইয়া থাকে তাহা দূরীকৃত হইবে। তর্কবাগীশ মহাশয়ের লিপি কৌশল দেখিয়া তাঁহাকে নব্য ও প্রাচীন উভয় স্মৃতি পারদর্শী প্রধান স্মার্ত্ত অধ্যাপক বলিয়া বোধ হইল, অতএব তাঁহার নিকট উক্ত বিষয়ের কোন কোন অংশের প্রশ্ন করিয়া ... দূর করিতে অভিলাষ করি। আমার মানস ... সকল প্রশ্ন গুলি একেবারে লিখিলে বাহুল্য জন্য পাছে সোমপ্রকাশ সম্পাদক ও তাহার গ্রাহকগণ বিরক্ত হয়েন, এই হেতু সময়ে সময়ে অল্প অল্প লিখিয়া, ক্রমশঃ এক একটি সন্দেহের ভঞ্জন করিতে প্রবৃত্ত হইলাম, তর্কবাগীশ মহাশয় যেন কৃপাপূর্ব্বক তাহার উত্তর দিয়া প্রার্থনা পূর্ণ করেন। তিনি, তিন বর্ষের পর বিবাহ কালের পূর্ব্বপর্য্যন্ত বাগদানের কাল (১) স্পষ্ট রূপে নির্দেশ করাতে আমার ঐ বিষয়টী নিঃসংশয় হইয়াছে, অতএব তদ্বিষয়ে আর কোন প্রশ্ন নাই। কিন্তু তর্কবাগীশ মহাশয় ঋতুদর্শনের পূর্ব্ব কালকে যে বিবাহের কাল (২) স্থির করিয়া লিখিয়াছেন, তদ্বিষয়ে আমার সন্দেহ দূর হয় নাই; কারণ, সেটী অতুল্ভুর? পূর্ব্বকাল কি ... ঋতুর পূর্ব্বকাল। যদি ঋতুদর্শন এই শব্দটী লিখিয়া ... ঋতুর পূর্ব্বকালকে বিবাহকাল বলিয়া নিশ্চয় করি, তাহা হইলে সকল কন্যার সমান বয়সে ... ঋতু হয় না, সুতরাং ভিন্ন ভিন্ন কালে বিবাহের কাল নির্ণয় হইবে। অতএব জিজ্ঞাস্য ... স্মৃতি শাস্ত্রে কন্যার কত বয়সে ... বিবাহের মুখ্য কাল বলিয়া নির্দ্দেশ আছে?

এই সকল বিষয় সর্ব্বসাধারণেরই ... এবং লেখাটীও ... হইল, ... ইহাতে সোমপ্রকাশ সম্পাদক বা তাঁহার গ্রাহকগণের বিরক্তির কোন সম্ভাবনা নাই।

৪ পৌষ বৃহস্পতিবার ১৭৮৪।

শ্রীআনন্দচন্দ্র বেদান্তবাগীশ।

(১)—১লা পৌষের সোমপ্রকাশের ৫৩ পৃষ্ঠার ২ স্তম্ভে শ্রীযুক্ত চন্দ্রকুমার তর্কবাগীশের পত্রে লিখিত আছে, "ত্রিবর্ষাৎ পরং বিবাহ কালাৎ পূর্ব্বং বিহিত" বাগ্দানং কর্ত্তব্যমিতি স্থিতং," "বাগ্দানং ... চূড়াকরণাবধি বিবাহ প্রাক্কাল পর্য্যন্ত"," "চূড়াকরণাৎ পরং বিবাহকালপর্য্যন্তং বাগ্দানং বিহিত মিত্যাহুঃ।"

(২) ... [illegible]

—•—

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয় সমীপেষু।

(১) বিগত ১৮ই কার্ত্তিকের সোমপ্রকাশে মুন্সেফদিগের বেতন বৃদ্ধি বিষ... একটী প্রস্তাব দেখিয়া তদ্বিষয়ে কিঞ্চিৎ লিখিতে ইচ্ছা হইল। মুন্সেফদিগের বেতন বৃদ্ধি এক প্রকার কর্ত্তব্য প্রস্তাবনার মধ্যে হইয়াছে হউক তাঁহাদিগের কার্য্য কর্তৃপক্ষের শ্রবণ বিবরে স্থান পায় নাই? এইক্ষণে অকে আদালতের মধ্যে তাঁহাদিগের আমলাদিগের সমান খরচ ... কাল কাটাইয়া উঠিয়াছে। আমাদের পূর্ব্বদিক লেপ্টেন্ট গবর্ণর বিজর গ্রান্ট সাহেব বাঙ্গলা দেশে মধ্যে তাঁ-হার সময় মুন্সেফি আদালতের আমলাদিগের বেতন বৃদ্ধি করিতে গিয়া মাসিক ৫ ... কালেক্টরী খরচ ধার্য্য করিয়া গিয়াছেন। ঐ সময়ে মাসে ২৫টী মোকদ্দমা নিষ্পত্তি করিবার বিধি ছিল অথচ প্রত্যেক আদালতে দশ টাকা স্থায়ী ধার্য্য ছিল, এইক্ষণে গড়ে প্রত্যেক মহকুমার এক শত মোকদ্দমার কম নিষ্পত্তি হয় না। এক্ষণে কি ৫ টাকায় সেই খরচ সংকুলান হইতে পারে?

মুন্সেফি আদালতে কাছারি থাকায় অথচ রীতিমত পাহারা আবশ্যক তাহাতে ক্রমান্বয়ে এক ছটাক তৈলের আবশ্যক ঐ হিসাবে দশ আনার তৈলের কম হইতে পারে না। কাছারি ঘর পরিষ্কার জন্য মেথরকেও এক টাকা দিতে হয়। কালী কলমে ।৵ আনা ব্যয় হয়, নথী বাঁধা সুতা ও লাক, প্রভৃতিতে ৵ আনা এবং কাগজ ৩ টাকার কমে কোন মতেই হয় না ইহার অতিরিক্ত দপ্তর বাঁধাই গড়ে আমলাদের বসিবার বিছানা, ... বাঁধাইবার খরচ আছে

(১) এই ... পরিত্যক্ত হইল ... কেবল মফস্বল বিষয়ে ...

কোথায় পাওয়া যায়, ইহাকি ভগ্যভাগ্য ম- ...দিগকে দিতে হইতেছে না। যদি হলেন সব ...বা ইহা অবগত আছেন তাহা নয়। এ বিষয়ের ...বিহিত সকল স্থান হইতে সংগ্রহ করিয়াছিল ...ও উহার প্রতিবিধান না হওয়াতে ... গবর্ণমেন্টের অভিপ্রায় এই যে ঐ শস্য মু- ...ক্ষেত্র দিবেন।

একান্ত বশম্বদ
শ্রীহরগোপাল বন্দ্যোপাধ্যায়
বহরমপুর ১২৬৯ ২৩এ অগ্রহায়ণ।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহোদয়েষু।

...তস্তোত্র।

...চির আনন্দের স্রোত।
...সুধা কার কত মধুর,
...প্রেম মাখা তাহা বর্ণিবারে পারে ?
...মনে বর্ণিব তোমার মহিমা মূঢ়
...নি, পারে কি ... পক্ষ সবারে
...রূপিতে সীমা ... আকাশের সীমা ?
...তোমার করুণা মাখ অচিন্ত্য অসীমা !
...র শোভায় তাতে তোমার সৌন্দর্য্য,
...রুণ অরুণ করে প্রফুল্ল কুসুমে;
...র আনন্দের ডালি মৃদু মন্দবেগে
...তারে আনন্দ মাঠে, নগরে, প্রান্তরে,
...পথ, ঘাটে, নদীকূলে, কাননে উদ্যানে
...শীতল সমীরণ, কার না যুড়ায়
...প্রাণ ? শুনি ... মঙ্গল, গায় যবে
...পাখীদল মিলি একতানে মঞ্জুকুঞ্জ
কে না ভাসে আনন্দের স্রোতে ?
...থায় না দেখ ... শুভ ...
...কে পারে বর্ণিতে তব অনন্ত মহিমা।
...ইতেছে পাখীকুল সুস্বরে ...
...দিয়া দিতেছে, তব প্রীতি সুধা ...
...ইতেছে পবন দ্বারে দ্বারে দোলাইয়া
...কুমার মুগ্ধ কুসুমেরে, মধু ...
...বেণি কুসুম গর্ভে পিয়েতেছে মধু।
...ইতেছে তব গুণ, গুণ, গুণ, ...।
...হায় ভুবকী কিবা মুরলীর ধ্বনি
...মধুর স্বরে মাঠে পক্ক শস্য ক্ষেত্রে
...দিতেছে ব.জনা মন্ত্র কর্ণবিমোহিয়া।
...শ.র বিচ্ছেদে চন্দ্র হয়েছে মলীন,
...লোহিতে অস্তাচল লভিতে বিরাম
...হইল ছবী মুদিল কুমুদ

অস্তাচল ক্রমে অনেকক্ষীণ মলীন।
এ শান্ত সময়ে নাথ, কে পারে থ কিতে
ভুলিয়া তোমায় ? স্তব আনন্দ কালে
করিয়া বন্দি কে না পূজিবে তোমায় ?
তুমি শান্তি নিকেতন, হৃদয়ের ম...
অমূল্য রতন চির প্রীতি প্রস্রবণ,
তুমি চিত্ত বিমোহন মানস রঞ্জন।
অহো কি আনন্দ সুধা বহিছে প্রভাতে,
সুধাময়, কে পারে বর্ণিতে দেখে তব,
সুধাময় রূপছটা রবিকরে, মেঘে,
গহনে, উদ্যানে, জলে, স্থলে, বৃক্ষে,
মুকুলে, পল্লবে, সুখ সাগর উথলে,
উথলে বারিধির বর্ষা জন্ম্যা দর্শনে।
উষার শোভার ...
যে দিকে নিরখি দেখি তোমারি অপূর্ব্ব
কান্তি জলে স্থলে শূন্যে তোমারি কিরণ।
তোমারি কিরণে মম মানস আকাশ
প্রকাশিছে প্রভাকর করে যথা, বলে
সকল ভুলি, তুমি হৃদয় জ্যোৎস্না।
এই যে সম্মুখে সুশীতল বারিপূর্ণ
স্রোতস্বতী, বারিনদা মলিন মানসে
কল কল স্বরে পরিতৃপ্ত কর্ণযুগ
যাইছে প্রবল বেগে গাইছে তোমার
গুণ, কেনা মত্ত সদা তোমার কীর্ত্তনে
এশান্ত সময়ে, শান্তি রস প্রস্রবণ
তব শান্তি রসে সেই ভুলাইয়া মন
থামিছে তোমায় ধন্য সেই প্রণাস্থাত্মা।
তোমার করুণা সমীরণে প্রস্ফুটিছে
সদয় সরসি মম কমল কুসুম
লইয়াছি তাহা পূজা হেতু ওচরণ
পুরাও ভক্তের বাঞ্ছা মনোবাঞ্ছা তুমি।
কি ধন না মেলে দেখি তোমার ভুবন
কুটীরে রাজপ্রাসাদে শোভায় প্রকাশে।
তব অপরূপ রূপ হেরিয়া সম্মুখে
ডুবিনু মগনে সুখ আনন্দ সাগরে
তথা মম সব দুঃখ অবসান ...
... দেখ বলিব কি হায়রে কেমনে
বলিব তোমার মর্ম্ম ... পাপী
... প্রেম ... কার না ...
... নিকেতন চির মধু মাখা
এই ... ভানু পূর্ব্বদিকে উঠে,
... ধরে বেশ অপরূপ মনোলোভা
... প্রিয়া ...
... ভানু ...
... কমলিনী ... কুমুদিনী
... সূর্য্যমুখী

আরম্ভ করেছে ...
বন রাজি শির মৃদু ভুজ শাখা ...।
ক্রমে ক্রমে দশ দিক হইল প্রকাশ।
নিদ্রা উঠিয়ে সতী ... অপূর্ব্ব
বেশ ...। ক্রমে উঠিছে কলরোল
সংসারে পাখী উড়িল চৌদিকে
লইয়া গোপাল গোষ্ঠে যাইছে রাখাল
শস্য ক্ষেত্রে কৃষিজীবি ব্যবসায়ী কর্ম্ম
ভুলে আর লোক সত্ত রাজা প্রজা ধনী
দীন মূর্খ বৃদ্ধ বালক সকল
... জগতের কাজে
কে নাথ ... তব
ডাকিছে সংসার কার্য্য সাধিতে আমায়
প্রার্থনা প্রাণেশ মম এই প্রিয় কার্য্য
তব যাহা পারি যেন সাধিতে অজ্ঞান
সুখে থাকে যেন মন ... তোমাপ্রতি
যেন প্রতি পদে ওঁ একমেবাদ্বিতীয়ং।

কলিকাতা ঠনঠনিয়া ২৩এ অগ্রহায়ণ

শ্রীদ্বারকানাথ গুপ্ত

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত প্রসন্নকুমার বন্দ্যোপাধ্যায় ...
১৮৬২ আগষ্ট হইতে কোং ৫ টা...
" শিবানন্দ মুখোপাধ্যায় গৌরকু...
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্য...
কোং ৫...
" আনন্দচন্দ্র বসু ...
১২৬৯ শ্রাবণ হইতে কোং ৫...
" নবীনচন্দ্র ঘোষ হাসনা...
১২৬৯ শ্রাবণ হইতে কোং ৫...
" কেদারনাথ মুখোপাধ্যায় ...
১২৬৯ অগ্রহা... ৭০ বৈশাখ পর্য্য...
কোং ৫...
" সতীন্দ্রমোহন ঠাকুর পাথুরিয়া...
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্য...
কোং ১০...

এই পত্র কলিকাতার পূর্ব্বে ... বাবুর ... দক্ষিণ চাংড়িপোতার শ্রী... বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার ...

সোমপ্রকাশ

সমাচার, রাজনীতি, সাহিত্য ও বিজ্ঞান বিষয়ক সাপ্তাহিক পত্রিকা।

৫ ভাগ। ৭ সংখ্যা। { সন ১২৬৯। ২১ পৌষ। ইং ১৮৬২। ২৭ ডিসেম্বর। } অগ্রিম মূল্য ১টাকা। বার্ষিক অগ্রিম ৬ টাকা।

বিজ্ঞাপন।

ফরিদপুর জিলার অন্তঃপাতী রাজবাড়ি ... খতপুর নামে যে পরগণা, তালুক ... ইহা দরপত্তনি দেওয়া অথবা বিক্রয় করা হইবে। যাঁহার সেই তালুক দরপত্তনি লইবার অথবা ক্রয় করিবার ইচ্ছা আছে, তিনি কলিকাতায় ... কোম্পানির নিকট আবেদন করিলে সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিবেন।

সোমপ্রকাশ।

২২ পৌষ সোমবার।

আমরা আনন্দ সহকারে পাঠকগণের গোচর করিতেছি, শ্রীযুক্ত বাবু শম্ভুনাথ পণ্ডিত প্রধানতম বিচারালয়ের অন্যতর বিচারপতির পদে অভিষিক্ত হইয়াছেন। রমাপ্রসাদ বাবুর মৃত্যু হওয়াতে এ দেশীয় লোকের ব্যক্তির দ্বারা তৎপদ লাভ কেবল ... বিলম্বসাধ্য হইয়াছিল এক্ষণে সেই সন্দেহ দূরও হইয়া উঠিল। এক্ষণে আমাদের সে সন্দেহ দূর হইল।

ব্যবস্থাপক সভায় এ দেশীয়দিগের প্রবেশাধিকার লাভের ন্যায় এ পদটিও দেশের সৌভাগ্য সূচনা করিয়া দিলে। এ দুটি বিষয়েই ইংরাজ গবর্ণমেন্ট ও ... ভারতবর্ষীয়দিগের পরীক্ষা স্থান হইল। গবর্ণমেন্ট এক প্রকার পরীক্ষার উদ্যোগী হইয়াছেন, এক্ষণে এ দেশীয়েরা ... সঙ্কটাপন্ন হইলেন। গবর্ণমেন্ট ... পরীক্ষায় এই, তাঁহারা অবাধক সংস্কারে

... দীর্ঘকাল এ দেশীয়দিগকে অপেক্ষাকৃত অযোগ্য বোধে ও উচ্চ পদ লাভে বঞ্চিত করিয়া রাখিয়াছিলেন। যখন উক্ত প্রকার ব্যবস্থাপক সভা ও প্রধানতম বিচারালয় প্রতিষ্ঠার প্রস্তাব কল্পনা হয়, তৎকালে, গবর্ণমেন্ট চিরন্তন সংস্কার হইতে মুক্ত হইয়া উদার ব্যবস্থা অবলম্বন পূর্ব্বক এ দেশীয়দিগকে উচ্চ পদ প্রদানে সমর্থ হইবেন কি না, অনেকের মনে এইরূপ সংশয় উপস্থিত হইয়াছিল। তাদৃশ সংশয় জন্মিবার বিশিষ্ট কারণও ছিল। প্রধানতম বিচারালয় প্রতিষ্ঠা প্রস্তাবকারিরা জজের সংখ্যা নিরূপণকালে প্রথম এ দেশীয়দিগকে গণনা করেন নাই। তাহার পর যখন এ দেশীয়দিগের পক্ষে জজের পদ প্রদান করা হইবে স্থির করা হইল, তখনও শ্রীবৃদ্ধিকারী মহাশয়েরা একেবারে খড়্গহস্ত হইয়া উঠিয়াছিলেন। গবর্ণমেন্ট অনেক সময়ে শ্রীবৃদ্ধিকারিদিগকে শঙ্কা করিয়া চলেন, সুতরাং আমাদিগের মনে শঙ্কার উদয় হওয়া অবৈধ নহে। যাহা হউক, গবর্ণমেন্ট সে শঙ্কার স্থান রাখেন নাই। তাঁহাদিগের উদার একটা পরীক্ষাও হইয়া গিয়াছে। এ দেশীয় বলিয়া শম্ভুনাথ বাবুকে কোন বিষয়ে ইউরোপীয় জজদিগের সহিত ইতর বিশেষ করা হয় নাই।

এ দেশীয়দিগের পরীক্ষা এই, যে কয়েক ব্যক্তি ব্যবস্থাপক ও প্রধানতম আদালতে প্রতিষ্ঠিত হইয়াছেন, তাঁহারা যদি দক্ষতা সহকারে যথাবিধি কর্ত্তব্য সম্পাদন করিয়া প্রধান পুরুষদিগের চিত্ত হরণ করিতে পারেন, কেবল যে এ দেশীয়দিগের কল্যাণ দ্বার উদ্ঘাটিত হইবে এমন নহে, যাঁহারা তাঁহাদিগকে তত্তৎপদে অভিষিক্ত করিয়াছেন, তাঁহাদিগেরও মুখ উজ্জ্বল হইবে। ইঁহারাও যে পরীক্ষায় উত্তীর্ণ হইবেন, ব্যবস্থাপক সভায় নিয়োজিত এ দেশীয়দিগের কার্য্যকলাপ দ্বারা এক প্রকার তাহা সপ্রমাণ হইয়াছে।

সমাচার পত্রের সত্যতাই জীবন স্বরূপ। কিন্তু সেই সংবাদ যদি অলীক হয়, জীবনের সংশয় হয় সন্দেহ নাই। সংবাদদাতা ও পত্রপ্রেরকের দোষে সময়ে সময়ে সকল পত্রেরই সেই অপবাদ ভূমিষ্ঠ হইয়া থাকে। কিন্তু তজ্জন্য সম্পাদকদিগের অত্যন্ত ক্ষোভকর হয়। এজন্য তাঁহাদিগের সংবাদ দাতা ও পত্রপ্রেরকদিগের বিশেষ রূপে সাবধান হওয়া আবশ্যক। সে দিন সোমপ্রকাশের এক জন পত্র প্রেরক কোট চাঁদপুর হইতে শ্রীযুক্ত বাবু অভয়কুমার দত্তের অপমান সমাচার লিখিয়াছিলেন। আমরা তৎকালেই এ সংবাদে বিশ্বাস করি নাই। পশ্চাৎ অনুসন্ধান করিয়া জানিলাম, সংবাদটী মিথ্যা। সবিশেষ অনুসন্ধান না করিয়া পত্রপ্রেরকের বাক্যে অবিশ্বাস করিলে তাঁহাদিগের অবমাননা করা হয়,

ই ভাবিয়া কেবল সংবাদটী প্রকাশ করিয়াছিলাম। আমরা যদি ঐ সংবাদের [illegible] করিতাম, আর ঘটনাটী [illegible] হইত, ত্র প্রেরক আপনাকে [illegible] বোধ করিয়া কুপিত হইতেন সন্দেহ নাই। যাঁহারা [illegible]ক, তাঁহারা উত্তর কালে সাবধান হন, ইহাই আমাদিগের অনুরোধ। তাঁহারা যে [illegible] বলিয়া আরোপশীদের মুখে [illegible] সংবাদ রচনা করেন না, তাহা [illegible] বিলক্ষণ জানি। তাঁহারা স্বয়ং [illegible] অথবা ব্যক্তি বিশেষের মুখে না শুনিয়া [illegible] কথা লেখেন না যথার্থ কিন্তু যখন তাহারা লোক মুখে কোন সংবাদ শ্রবণ করেন, সংবাদ দাতা কিরূপ লোক, তাহার বাক্যে বিশ্বাস করা যায় কি না, এই সকল বিবেচনা করিয়া যেন কাজ করেন। আমরা পত্র প্রেরক দিগকে এত সাবধান করিতেছি তাহার [illegible] এই, দুর্জনেরা সহস্র [illegible] বাদান করিয়া বসিয়া আছে। তাহারা [illegible] দোষের আরোপ করিয়াও [illegible]কের গ্লানি ও [illegible] কার্যের বিঘ্ন করিবার চেষ্টার ত্রুটি করে না, আর যদি তাহারা একটু সুখ পায়, তাহা হইলে কি, [illegible]র নিস্তার রাখে? মহাকবি কালিদাস [illegible] সংক্ষেপে খলের স্বভাব সুন্দর রূপে [illegible]ন করিয়াছেন।—

অলোকসামান্যমচিন্ত্যহেতুকং
দ্বিষন্তি মন্দাশ্চরিতং মহাত্মনাং।

মহাত্মারা কি কারণে কিরূপ ব্যবহার [illegible], খলেরা তাহা বুঝিতে না পারিয়া [illegible]হাদিগের অলোকসামান্য চরিত্রের [illegible] করিয়া থাকে। মহাকবি ভারবি ক[illegible]য়াছেন।—

[illegible] নিরাগসঃ ক্রুত্যোমে
[illegible] ন ক্রুতয়ে তমঃ।
[illegible] বচসংবরাণাং
[illegible] দুরাত্মনামলক্ষ্যং॥

অর্জুন তপস্যা কালে এক শূকররূপী [illegible]কে দেখিয়া মনে মনে কহিতেছেন, [illegible] মুনি, নিরপরাধ, আমার তয় কি,

[illegible] আমরা পূর্বে [illegible] উপকৃত হয়, [illegible] ইংরাজী [illegible] অসঙ্গত বাক্য অহরহঃ [illegible] করিয়া তাহাদিগের কর্ণ কুটকিত [illegible] তাঁহারা [illegible] ইংলণ্ডের অনেক [illegible] সম্মানী [illegible] [illegible] বচন অব[illegible] বিশুদ্ধ করি[illegible] ভারতবর্ষীয় ইংরাজী [illegible] প্রেরণাহিত ইংলণ্ডের সমাচার পত্রের [illegible] হইত, [illegible] যে সকল পত্র তথায় [illegible] দিগের সহায়তা [illegible] ও ভারত [illegible] না।

সম্প্রতি "আমরা" প্রেস নামক ইংলণ্ডীয় এক সমাচার পত্রে "ভারতবর্ষের আত্ম শাসন" এই শিরোনামাঙ্কিত একটি প্রস্তাব পাঠ করিয়া অপরিসীম [illegible] প্রাপ্ত হইলাম। লেখক ইহাতে ইংলণ্ডের যে যে কর্তব্য ও ভারতবর্ষের যে যে আবশ্যক তাহা উত্তম রূপে বর্ণন করিয়াছেন। কয়েক বৎসর মাত্র হইল, এদেশে রেইলওয়ে, রাস্তা, কল প্রভৃতি হইতে আরম্ভ হইয়াছে। তিনি বলেন, ইহার পূর্বে "যদি আমরা ভারতবর্ষ হইতে বহিষ্কৃত হইতাম, তাহা হইলে আমাদিগের স্মরণার্থ কিছুই থাকিত না। পূর্বে যদিও আমাদিগের হৃদয়ে ভারতবর্ষের হিতসাধনের ইচ্ছা ছিল বটে কিন্তু আমাদিগের উদার রাজনীতির অনুসরণরীতি ছিল না। আমরা এক দিন কেবল আমাদিগের ক্লিভের লাডের আদর্শেই ভারতবর্ষ শাসন করিয়া আসিয়াছি। আমরা এরূপ ব্যবহার করিলাম যে ভারতবর্ষীয়দিগকে তাঁহাদিগের স্বদেশ শাসন সংক্রান্ত কার্য্য ও [illegible]

[illegible] রাখিয়াছিলাম। তাঁহাদিগের অসন্তোষসাধন আমাদিগের যেরূপ অভিপ্রেত ছিল, উন্নতি সাধন সেরূপ ছিল না।"

১৮৫৭ সালের বিদ্রোহ আমাদিগের যেমন [illegible] করিয়াছে, তেমনি মহত্তর [illegible] করিয়াছে। পূর্বে আমরা [illegible] বাক্য শ্রবণ [illegible] নাই; [illegible] এখন ক্ষতিগ্রস্ত, প্রবিষ্ট হইয়া [illegible] আমরা তাহার মাধুর্য্য রসের আ[illegible] সমর্থ হই নাই। বিদ্রোহই ইংরা[illegible] [illegible] চৈতন্যোদয় করিয়া[illegible]। [illegible] রদিগকে ঘৃণা করা [illegible] অগোচর ছিল না। এই কুসংস্কার [illegible] হইবার পর অবধি গবর্ণমেণ্ট [illegible] ব্যক্তিদিগের মানবর্দ্ধনে যত্নশীল হইয়াছেন; [illegible]শীয়দিগকে ব্যবস্থাপক [illegible] প্রবেশাধিকার দানে সম্মত হইয়াছেন এবং গবর্ণমেণ্ট অধীনস্থ রাজগণের রাজ্য লইয়া স্বরাজ্য বৃদ্ধি করিবার ইচ্ছা পরিত্যাগ করিয়াছেন। তথাপি আমরা একটী [illegible]কার দেখিতেছি, ভারতবর্ষে আজিও এরূপ এক দল আছেন, যাঁহারা সর্ব্বদা এতদ্দেশীয়দিগের অপমান করিবার চেষ্টায় ফিরিতেছেন এবং আমাদিগের দেশের রাজা, নবাব ও সম্ভ্রান্ত ব্যক্তিদিগকে অধম শ্রেণীর তুল্যকক্ষ করিবার চেষ্টায় আছেন। "ভারতবর্ষের শ্রীবৃদ্ধি" এই শব্দটী তাঁহাদিগের প্রকৃত ভাব গোপনে রাখিবার এবং [illegible] ভুলাইবার [illegible] হইয়াছে। তাঁহাদিগের অন্তরের প্রকৃত ভাব কি? পাঠকগণ জানি[illegible] উৎসুক হইতে পারেন। আমরা ইদানীন্তন [illegible] সর্ব্বপ্রধান [illegible] ও একজন উপযুক্ত রাজনীতিজ্ঞের বাক্য উদ্ধৃত করিয়া তাহা পাঠকগণের গোচর করিতেছি। বর্ক বলেন "[illegible] বিভিন্ন জাতিকে [illegible] অপমান [illegible]

চীন ধর্ম, রাজনীতি, আইন ও আচার ব্যবহার বিস্তারিত ও পরিবর্ত্তিত করিবার চেষ্টা পায় । এদেশের সীমা বিপদাপন্ন করা, সাধারণকে দারিদ্র্যকূপে নিক্ষিপ্ত করা রাজা ও সম্ভ্রান্ত ব্যক্তিদিগকে অধঃপাতিত করা এই সকল বিষয়েই তারা সতত যত্নবান হয় । যে সকল বিষয় বা ব্যক্তি দ্বারা তাহাদিগের অত্যাচার নিবারণের সম্ভাবনা থাকে, তাহা উন্মূলন করা তাহাদিগের একান্ত অভিপ্রেত । ”

আমাদিগের শ্রীবৃদ্ধিকারিদলের কি এইরূপ চেষ্টা নয় ? তাঁহারা কি এতদ্দেশীয় রাজগণকে পদচ্যুত করিবার ও সম্ভ্রান্ত ব্যক্তিদিগকে অবমানিত করিবার প্রধান উদ্যোগী নহেন ? যে সকল রাজারা পদচ্যুত হইয়াছেন, তাঁহাদিগের নাম পর্য্যন্ত লোপ করা কি তাঁহাদিগের অভিপ্রেত নয় ? আমাদিগের দেশীয় ভ্রাতৃগণ ক্রেণের লিখিত মুরসিদাবাদ ও হায়দরাবাদের নবাবের বিরোধী প্রস্তাবগুলি পাঠ করিলে জানিতে পারিবেন ।

উল্লিখিত প্রস্তাব লেখক অযোধ্যার ভারতবর্ষীয় সভার প্রশংসা করিয়া তত্রত্য তালুকদারদিগের হস্তে কোন কোন ক্ষমতা দিবার প্রস্তাব করিয়াছেন এবং তৎপ্রসঙ্গে লিখিয়াছেন “ এই সকল লোককে আমরা পূর্ব্বে অপমান করিয়া তাঁহাদিগের নাম পর্য্যন্ত লোপ করিবার চেষ্টা পাইয়াছিলাম অথাপি ১৮৫৭ অব্দের ভয়ানক বিদ্রোহ উপস্থিত হইলে যখন আমরা ক্ষমতাহীন ও উপায়হীন হইয়া হতাশ প্রায় হইয়া ছিলাম, এই শ্রেণীর মধ্য হইতেই আমরা বিশ্বস্ত বন্ধু ও সহকারী পাইয়াছিলাম । ” ... তিরালার রাজা ইহার দৃষ্টান্ত স্থল, ত... এতদ্দেশীয় ইংরাজী পত্রে তাঁহাকে ...বিশ্বাসঘাতক পর্য্যন্ত বলা হইয়াছে । অন... প্রস্তাব লেখক সর চার্লস উডকে অযোধ্যায় ও অন্য অন্য স্থানে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলিত করিবার অনুরোধ করিয়াছেন লিখিয়াছেন “ অযোধ্যার তালুকদারেরা যেরূপ গুরুতর বিষয় সকলের তর্ক বিতর্ক করিতেছেন তদ্দ্বারা যদিও বক্তৃতা শক্তির পরাকাষ্ঠা প্রদর্শিত হয় নাই বটে, তথাপি বুদ্ধিমত্তা ও রাজনীতিজ্ঞতার পরিচয় পাওয়া গিয়াছে । তাঁহারা যে সকল বিষয়ে তর্ক করিতেছেন, তাহা কেবল অযোধ্যার নহে, সমুদায় ভারতবর্ষের শুভকর । যখন এই সভায় এ প্রকারে কার্য্য সম্পাদিত হইতেছে, তখন আমরা স্পষ্টাক্ষরে কহিতে পারি, ভারতবর্ষীয় উচ্চ শ্রেণীস্থ লোকদিগের এক সভা করিয়া শাসন ও আইন বিষয়ে পরামর্শ লওয়া কর্ত্তব্য ! ভারতবর্ষীয়দিগকে শাসনকার্য্যের অংশ ভোগী করিবার আমাদিগের যে ইচ্ছা আছে, তাহা আমরা এই উপায় দ্বারা সম্পাদন করিতে সমর্থ হইব । ”

উল্লিখিত প্রস্তাবলেখককে ধন্যবাদ দিয়া এই প্রস্তাবের উপসংহার করা হইতেছে । এদেশে একটি জাতি সাধারণ সভা করিবার সময় উপস্থিত হইয়াছে । আমরা বারম্বার ইহার প্রস্তাব করিয়াছি । আমাদিগের দুঃখের বিষয় এই, যখন আমাদিগের ভারতবর্ষীয় সভা নিদ্রিত আছেন, এবিষয় ইংলণ্ডে আন্দোলিত হইতেছে । যত দিন ইহা না হইতেছে, তত দিন আমাদিগের যথার্থ স্বাধীনতা ও যথার্থ উন্নতি হইতেছে না । সকল বিষয়েই গবর্ণমেণ্টের বদান্যতার উপর নির্ভর করিয়া থাকিলে কেবল আপনাদিগের অলস ও নির্জ্জীব স্বভাবের পরিচয় দেওয়া হয় এই মাত্র । চেষ্টা না করিয়া কোন্ দেশের মঙ্গল হইয়া থাকে ? ইংলণ্ড ও ইটালীর দিকে দৃষ্টিপাত করিলেই আমাদিগের বাক্যটী স্পষ্ট হৃদয়ঙ্গম হইবে ! আমাদিগের দেশের লোকেরা কি এখনও এই মহাকীর্ত্তি সাধনে পরাঙ্মুখ থাকিবেন ?

ভারতবর্ষীয় সভার এত নিদ্রা কেন ?

আমরা এবারে ভারতবর্ষীয় সভাকে এত অভিভূত দেখিতেছি কারণ কি ? ... বারে কোন ... বাচ্য শুনিতে পাই... না কেন ? লাগুকোলত্তর স... লাগিয়া কি তাঁহার শরীরকে ... লস করিয়া পরিশেষে নিদ্রাভিভূত করিয়া তুলিয়াছে ? বহুকাল হইল, সভার অধিবেশন বার্ত্তা অথবা কার্য্য বিবরণ আমাদিগের শ্রুতিপথপ্রবিষ্ট হয় নাই । সভা... এক্ষণে অনেকগুলি মফঃস্বলের জমীদার প্রবেশ করিয়াছেন, তাহাই কি সভার এরূপ ভাবপরিবর্ত্তের কারণ ? না আর কোন নিগূঢ় কারণ আছে ? জনরবে শুনিতে পাওয়া যায়, সভা পূর্ব্বের ন্যায় কেবল জমীদারদিগের মনোরঞ্জন করিবেন সঙ্কল্প করিয়াছেন, এক্ষণে জমীদারদিগের স্বার্থহানিকর কোন বিষয় উপস্থিত নাই, সভাও নিদ্রিত হইয়া আছেন ; তাদৃশ বিষয় উপস্থিত হইলেই সভা নিদ্রা হইতে উত্থিত হইবেন এবং সদ্যোত্থিত সিংহের ন্যায় নূতন বল প্রাপ্ত হইয়া অসীম সাহস সহকারে যুঝিতে আরম্ভ করিবেন । ইহাই কি প্রকৃত কারণ ?

যাহা হউক, আমরা সভার পূর্ব্বের ন্যায় তেজস্বিতা ও উৎসাহশীলতা দেখিতে পাইতেছি না । এখন কি তাঁহার উৎসাহ ও তেজঃ প্রকাশের বিষয় উপস্থিত নাই ? অনেক আছে । সভা কেবল নিদ্রাবশে তাহা দেখিতে ও জানিতে পারিতেছেন না । ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার দ্বিতীয় অধিবেশন হইয়া গেল, তথাপি তথায় বাঙ্গলা দেশের প্রতিনিধি গৃহীত হইলেন না, ভারতবর্ষীয় সভা কি তাহার প্রতিবাদ করিয়াছেন ? সর বার্ণেস পিকক ... হিল সাহেব ঘটিত কয় নরহত্যা মকদ্দমায় যে সিদ্ধান্ত করিয়াছেন সভা কি তাহার প্রতিবাদ ... আপনাদিগের যোগ্য বিষয়

লিয়া বিবেচনা করিতেছেন না? উহা ...কি একটি সাধারণ যুক্তির অনুসরণ ...ভ্রান্ত ও ভ্রমমূলক অধিকমণ্ড লোকে ...প্রতি অত্যাচার হইবার পথ নির্দিষ্ট ...নাই? প্রায় তিন ...হইল, বারা...প্রভৃতি স্থানে মারীভয় হইয়াছে। ...না চিকিৎসায় অসংখ্য লোকের প্রা... যোগ ও অবারণ পীড়া ক্লেশ হইতেছে, ...রতবর্ষীয় সভা কি অকপট চিত্তে তাহা প্রতীকার চেষ্টা পাইয়াছেন? সভা প্র...মে গবর্ণমেণ্টকে উত্তেজিত করিয়াছেন ...যথার্থ বটে কিন্তু গবর্ণমেণ্ট ...নিয়োজিত করিয়া ...র্ণর করিবেন স্বীকার করিয়াও যখন ...দীনাবলম্বন করিলেন, ...কি সভা ঐ ...বয় তাঁহাদিগকে ... করাইয়া দিয়া ...ছেন? মাঞ্চেষ্টরের তন্তুবায় সম্প্রদায় ...সাহেবের সহযোগে ভারতবর্ষের হিতৈষী ...ষ্টেট সেক্রেটারি সর চার্লস উডকে অ...ায় করিয়া অপদস্থ করিবার যথোচিত ...চেষ্টা পাইতেছেন, ভারতবর্ষীয় সভা কি ...হার সহায়তা করিবার চেষ্টা পাইয়া...ছেন? আমরা তাঁহার কার্য্যের গুণানুবাদ ...রিয়া একখানি অভিনন্দনপত্র প্রদান ...করিবার প্রস্তাব করিয়াছিলাম, সভা কি ...অনুসরণ করিয়াছেন?

এ ...গমনের অ...নেক গুলি ...

...লেও ... পরীক্ষা ...ওয়া ... এই কারণে ...অনেক যোগ্য ... দেখিতে পাওয়া ... কি পরীক্ষাপ্রথাটি ... একটি মহোপকার ... ভারতবর্ষীয় সভা কি ... চেষ্টা করিয়াছেন? ... যদি ও বহুবর্ষের ... ভারতবর্ষের ... ও আর্দ্ধেক ...

...র গোচর করিয়া তৎ সাধন চেষ্টা করেন, মহৎ ইষ্ট লাভ হয় সন্দেহ নাই। ভারতবর্ষীয় সভা কি ইংলণ্ডে তাদৃশ প্রতিনিধি প্রেরণের যথোচিত চেষ্টা পাইয়াছেন? বিটিরিক ও আমাদিগের দোষে যে অবি...চ্ছিন্ন স্রোত রুদ্ধ হইতেছে, ভারতবর্ষীয় সভা যত্ন ও অধ্যবসায়ের ...হইলে কি তন্নিবারণে সমর্থ হন না? অধ্যবসায়ের নিকটে সকলকেই নত হইতে হয়, সভা ইহা জানেন সন্দেহ নাই। যাহা হউক, সভা সচ্ছন্দে নিদ্রা সুখ ভোগ করিতেছেন, আর আমরা তাঁহাকে অধিক বিরক্ত করিব না।

— • —

সম্প্রদায় গঠন।

কি কৃষি, কি বাণিজ্য, কি রাজনীতি, কি ধর্ম্ম, কি আচার ব্যবহার যে কোন বিষয়ের উৎকর্ষ সাধনের ইচ্ছা করিবে, পাঁচ জনে মিলিয়া না করিলে কখনই তাহার বাঞ্ছানুরূপ উৎকর্ষ লাভ হইবে না। ইউরোপ ও আমেরিকা প্রভৃতি স্থানে যে এত শীঘ্র উন্নতি হইতেছে, পাঁচ জনে মিলিয়া কাজ করা তাহার একটি প্রধান কারণ। ঐ ঐ খণ্ডের লোকেরা একটী সামান্য কাজ করিতে হইলেও এক সভা অথবা এক কোম্পানি না করিয়া তাহাতে হস্তক্ষেপ করেন না। অধিক লোক একত্র হ...

কার্য্য করিলে যে তাহার ক্রমশঃ সবিশেষ উন্নতি লাভ হইবে, তাহা অন্যের অনুভব করিয়া দিবার নিমিত্ত অধিকতর প্রয়াস পাইতে হয় না। এক হস্তী যে গুরুভার দ্রব্য স্থানান্তরিত করিতে অসমর্থ হয় ... একটাকে তৎকার্য্যে নিয়োজিত করিলে তাহা অনায়াসেই ... হইয়া থাকে। এক কার্য্যে অধিক লোক ... বুদ্ধি, বিদ্যা, যত্ন ও পরিশ্রম বিনিয়োজিত হইলে স্বল্পকাল মধ্যে তাহার উৎকর্ষ সাধিত না হইবে কেন?

পাঁচ জনে মিলিয়া কাজ করিবার রীতি ...পূর্ব্বে এ দেশে ছিল না, এরূপ নয়, এখনও নাই এমন নয়, কিন্তু এক দিন লেখা পড়ার সম্যক অনুশীলন না থাকায় উহা বিশুদ্ধ যুক্তি ও বিশুদ্ধ ... সাম্বিনী হইয়া সম্যক ফলোপ... নাই। পল্লীগ্রামে সচরাচর ... যায়, গ্রাম সাধারণের ... হইলে গ্রামবাসিরা একত্র হইয়া কর্তব্য স্থির করেন; কাহাকে সমাজচ্যুত করিতে হইলে অথবা সমন্বয় করিয়া সমাজ মধ্যে গ্রহণ করিতে হইলে পাঁচ জনে একত্র হন, কিন্তু সকলে একত্র হইয়া যে গ্রামের কৃষি বাণিজ্যাদির উন্নতি বিধায়িনী সভা করা অথবা অন্যবিধ শ্রেয়ঃসাধন চেষ্টা করা সে সকল নাই। কেবল রাজনীতি সম্বন্ধে ভারতবর্ষীয় সভা এবং ধর্ম্ম সম্বন্ধে ব্রাহ্মসমাজ এই দুটি সভা হওয়াতে এ দেশের কত উপকার হইয়াছে। এরূপ কৃষি ও বাণিজ্য সংক্রান্ত সভা ও সম্প্রদায় করিয়া যদি কাজ করা যায়, এ দেশের মহোপকার লাভ হইতে পারে। অদ্য বাণিজ্য সংক্রান্ত সভা ও সম্প্রদায় করিবার প্রসঙ্গ করাই আমাদিগের অভিপ্রেত।

এক দিবস দুটি কৃতবিদ্য ব্যক্তির সহিত আমাদিগের এ বিষয়ে অনেক কথোপকথন হয়। তাঁহাদিগের এ বিষয়ে বিলক্ষণ অনুরাগ দৃষ্ট হইল। তাঁহারা বলেন, বাবু রামগোপাল ঘোষের সদৃশ কার্য্যক্ষম ব্যক্তিরা উদ্যোগী ও অধ্যক্ষ হইয়া যদি এ বিষয়ে প্রবৃত্ত হন, নিঃসংশয় অভীষ্ট সিদ্ধি হইতে পারে। এখন অনেকে উহার অংশপ্রার্থী হইয়াছেন। ১০০ টাকার একটী অংশ করিলে অনেক অংশী পাওয়া যাইবে। যে প্রণালীতে কার্য্য করিতে হইবে, তাহারও কথা হইল। সম্প্রদায় হইলে পর যে সকল কৃতবিদ্য ব্যক্তি কার্য্যক্ষম, দূরদর্শী ও অধ্যবসায়শীল বলিয়া লব্ধপ্রতিষ্ঠ হইয়াছেন, সম্প্রদায় তাঁহাদিগকে প্রতিনিধি করিয়া কৃ...

জর্ম্মণি ও আমেরিকা প্রভৃতি স্থানে প্রেরণ করিবেন। এরূপে কার্য্য আরম্ভ হইলে অনেকবিধ উপকার লাভের সম্ভাবনা আছে। সেই সেই দেশের সহিত সবিশেষ সম্পর্ক হইলে পর পরস্পর বাধ্য বাধকতা হইয়া উঠিবে; এ দেশে যে যে বিষয়ে ভ্রমাত্মক সংস্কারের প্রাদুর্ভাব আছে, ক্রমে তাহার হ্রাস হইয়া আসিবে, লোকের উৎসাহ শক্তি সন্ধুক্ষিত হইয়া উঠিবে এবং এককূল ক্রমে জাহাজ চালান শিক্ষা ও কল প্রভৃতির এ দেশে আনয়ন নির্ম্মাণ ও চালনাদির শিক্ষা কার্য্য সহজে সম্পাদিত হইয়া উঠিবে। অর্থ লাভের ত কথাই নাই। যাঁহাদিগের অর্থ সঙ্গতি আছে, তাঁহারা এত দিন নি[illegible]ক ভাবে কোম্পানির কাগজের সুদ খাইয়া দেশের যে দুর্নাম করিয়াছেন, তাহার আর কথা নাই। কিন্তু এখন আর ঐ রূপে দুর্নাম করা উচিত হইতেছে না। তাঁহারা অতঃপর এবম্বিধ কার্য্যে হস্তক্ষেপ করিয়া অর্থের সহিত আপনাদিগের সাহস উৎসাহ বল বীর্য্য বিক্রমাদির বৃদ্ধি করুন। আমরা অদ্য এবিষয়ে সমুদায় বক্তব্য শেষ করিতে পারিলাম না।

মোগলবংশ লোপ।

মোগলেরা এই ভারতবর্ষে বহুকাল প্রবল প্রতাপ সহকারে রাজত্ব করিয়াছিলেন। ঐ বংশে শৌর্য্য বীর্য্যশালী অসামান্য ক্ষমতাসম্পন্ন কয়েক ব্যক্তি জন্ম গ্রহণ করেন, তাঁহাদিগের গুণেই এই বংশের সবিশেষ উন্নতি হইয়াছিল। কিন্তু একনায়ক তন্ত্রের এক মুখ্য দোষ এই, ক্ষমতাবান্ ব্যক্তিদিগের সংসর্গে রাজশ্রী যেমন উজ্জ্বল হইয়া উঠেন, তেমনি তাঁহাদিগের বিনাশ হইলেই হীনপ্রভ হইয়া পড়েন। অপকৃষ্ট রাজাদিগের কাপুরুষতা বশতঃ ঐ বংশের ক্রমে হীন দশা উপস্থিত হয়। এদেশে ইংরাজেরা বদ্ধপ্রতিষ্ঠ হইলে ঐ বংশের রাজত্ব কেবল নাম মাত্রে পর্য্যবসিত হয়। ১৮৫৭ অব্দের বিদ্রোহ ও [illegible] বাহাদুর সাহের মৃত্যু হওয়াতে সেই নাম মাত্র রাজত্বের সহিত রাজবংশেরও লোপ হইয়াছে। আমরা অদ্য ঐ বংশের সংক্ষিপ্ত ইতিহাস পাঠকগণের গোচর করিতে প্রবৃত্ত হইলাম।

মোগল (১) রাজবংশের আদিম ব্যক্তির নাম বাবর। তিনি সুবিখ্যাত তাইমুর ও জঙ্গিস খাঁর বংশোদ্ভব। তিনি অতিশয় শৌর্য্যশালী, সাহসিক ও অক্ষুব্ধচিত্ত ছিলেন। তাঁহার নানা প্রকার দশা বিপর্য্যয় হয়। কিন্তু তাঁহার অসামান্য ধৈর্য্য ও মনস্বিতা এই দুটী গুণ থাকাতে তিনি কখন কোন অবস্থাতেই ভগ্নোৎসাহ ও খিন্নমনা হইতেন না। কখন বহুসংখ্য সেনার অধিপতি হইয়া সুবিস্তৃত রাজ্যে আধিপত্য করিতেন, কখন বা অম্লান বদনে দারিদ্র্য দশার কঠোর ক্লেশ সহ্য করিতেন। তিনি বারম্বার নানা কষ্ট ভোগ করিয়া পরিশেষে দিল্লীর সিংহাসনে অধিরূঢ় হইলেন। রাজ্যের অর্জ্জন, বর্দ্ধন, ও রক্ষণ কার্য্যে তাঁহার বল, বীর্য্য, ও অধ্যবসায়াদি যাবতীয় গুণ বিনিয়োজিত হইয়াছিল। বন্ধুদিগের প্রতি তিনি সদয় ও স্নেহবান্ ছিলেন। কঠোর কষ্ট ভোগ কালেও কখন তাঁহার দয়া ও বাৎসল্য ভাবের অণুমাত্র হ্রাসতা দৃষ্ট হয় নাই। তাঁহার দোষের মধ্যে এই ছিল, তিনি সুরাপ্রিয় ছিলেন। কিন্তু মদ্য পান করিয়া ইদানীন্তন সুরাপায়িদিগের ন্যায় তিনি উন্মত্ত হইতেন না। তিনি নদীতটে, তরুমূলে বা অন্য কোন সুরম্য স্থানে প্রিয় সুহৃদ্গণ বেষ্টিত হইয়া সুরাপান করিয়া আনন্দ সুখ অনুভব করিতেন। তিনি নিজ হস্তে আপন জীবন বৃত্তান্ত লিখিয়া যান। তাঁহার রচনা ললিত ও হৃদয়গ্রাহিণী। রাজ্যের শ্রীবৃদ্ধি করণে তাঁহার সবিশেষ যত্ন ছিল। তাঁহার অধিকার কালে অনেক বাপী কূপ তড়াগাদি খনন করা হয়। ৩৮ বৎসর রাজত্ব করিয়া তিনি মৃত্যু মুখে পতিত হইলেন।

বাবর মানবলীলা সম্বরণ করিলে পর তাঁহার পুত্র হুমায়ুন [illegible] হস্তে [illegible] দেশ শাসনের ভার সমর্পণ করিয়া সিংহাসন আরোহণ করিলেন। তাঁহার রাজত্ব [illegible] প্রায় সংগ্রামেই পর্য্যবসিত হইয়াছিল। শেষে রাজ্যচ্যুত হইলেন। তদনন্তর [illegible] অনেক কষ্ট ভোগ করিতে হইয়াছিল। [illegible] কষ্টের সময়ে জগদ্বিখ্যাত আকবরের [illegible] হয়। ১৬ বৎসর পরে তিনি [illegible] দিল্লীর সিংহাসন প্রাপ্ত হইলেন। [illegible] পর তিনি অধিক দিন জীবিত ছিলেন [illegible]। তাঁহার মৃত্যুকালে রাজ্য ভূমি [illegible] শৃঙ্খলাবস্থ ছিল। তিনি ২৬ বৎসর রাজত্ব করেন। এই কাল মধ্যে প্রায় ১৬ বৎসর রাজ্যচ্যুত হইয়া থাকেন। [illegible] বাবরের ন্যায় [illegible] ক্তি ও প্রীতির [illegible] নয়, [illegible] বিশেষ গুণ ছিল না, বরং কোন কোন বিষয়ে তিনি আপনার মানসিক দুর্ব্বলতার পরিচয় দিয়াছিলেন।

হুমায়ুনের মৃত্যুর পর তাঁহার পুত্র আকবর সিংহাসনে অধিরূঢ় হইলেন। [illegible] তাঁহার বয়ঃক্রম কিঞ্চিদধিক [illegible] মাত্র ছিল। সুতরাং তাঁহার [illegible] হস্তে রাজ্যের যাবতীয় কার্য্য ভার [illegible] হইল। অষ্টাদশবর্ষ বয়ঃক্রম কালে [illegible] স্বয়ং রাজকার্য্য নির্ব্বাহ করিতে [illegible] করিলেন। রাজ্যের শাসনভার গ্রহণ [illegible] তাঁহাকে রাজত্ব বর্দ্ধন [illegible] স্থানের পুনরধিকারকরণ, শত্রু [illegible] সুশৃঙ্খলা স্থাপন ইত্যাদি [illegible] কার্য্যে ব্যাপৃত হইতে হইল। তিনি নিজ বুদ্ধি[illegible] ক্ষমতা ও দূরদর্শিতা গুণে ক্রমে ক্রমে সকল বিঘ্ন অতিক্রম করিয়া উঠিলেন। কিন্তু তিনি জীবনাবসান পর্য্যন্ত নিঃশঙ্ক, নিরাপদ ও সুস্থির হইতে পারেন নাই। কখন অবাধ্য ও ধনলোলুপ পুত্রদিগের সহিত যুদ্ধ, কখন রাজবিদ্রোহিদিগকে দমন, কখন বা পূর্ব্বাধিকৃত রাজ্যের পুনরুদ্ধার ইত্যাদি কার্য্যে জীবনের অধিকাংশ কাল তাঁহাকে ক্ষেপণ করিতে হইয়াছিল। তিনি প্রজাগণের শ্রেয়স্কর কার্য্যের অনুষ্ঠানে উদাসীন ছিলেন না। যুদ্ধ হইতে অবসর পাইলেই তিনি তদ্বিষয়ে মনোনিবেশ করিতেন। তিনি যে উপাদানে নির্ম্মিত

(১) ভারতবর্ষবাসিরা আফগান জাতি ভিন্ন উত্তর প্রদেশস্থ যাবতীয় মুসলমানকে মোগল এই শব্দ দ্বারা নির্দ্দেশ করিয়া থাকেন। বাবরের জননী মোগলজাতীয় ছিলেন বলিয়া লোকে বাবরকে প্রথমে মোগল কহিত।

...াছিলেন, তাঁহার নিজ পদোপযোগি ...গদিগের হিতকর কার্য্যের অনুষ্ঠান না ...রা অলস হইয়া থাকা মনোবৃত্তি নহে। ...রাজাদিগের অধিকার কালে ধর্ম্মক্রিয়া ...য়ে যে সমস্ত কর নিরূপিত হইয়াছিল ...হা তিনি রহিত করিলেন। তিনি অতিশয় ...সঙ্কুচিত ছিলেন। তিনি কোন ধর্ম্মের বি-...দ্বেষী অথবা গোঁড়া ছিলেন না। তিনি একে...শ্বরবাদী ছিলেন। বিশুদ্ধ ধর্ম্ম অবলম্বন করা...তে তাঁহার প্রতি গোঁড়া মুসলমানেরা অত্যন্ত ...বিরক্ত হইয়াছিল। পরমার্থ তত্ত্বজ্ঞানে লাভ ...রের স্পৃহা এরূপ বলবতী ছিল যে তদুৎপত্তি ...খোদাই তিনি প্রায় সমস্ত রাত্রি জাগরণ ...করিতে পারিতেন। কি হিন্দু কি মুসলমান, কি ...তিনি সকল ধর্ম্মের আলোচনা করিয়া তিনি ...তাহাদের সার গ্রহণ করিতেন। সাহিত্য ও ...জ্যোতিষাদি শাস্ত্রের আলোচনা বিষয়েও তাঁ-...হার অনুরাগের ন্যূনতা ছিল না। সংস্কৃত ...হইতে বহুবিধ কাব্য, দর্শন, বীজগণিতাদি ...পারসীক ভাষায় অনুবাদিত হয়। গ্রীক ও ...ইংরাজী ভাষা হইতেও গ্রন্থের অনুবাদ বি-...ষয়ে তিনি যত্নবান্ ছিলেন। এই সকল বিষয়ে ...ফৈজি ও আবদুল ফজল নামে দুই সহোদর ...তাঁহার সবিশেষ সহায়তা করেন। বিশুদ্ধ ধ...র্ম্মের ভাবগ্রহণে তিনি যেরূপ সমর্থ হইয়া ...ছিলেন, তদনুরূপ কার্য্যের অনুষ্ঠানেও তিনি ...উদাসীন ছিলেন না। তিনি মুসলমান ধর্ম্ম ...নির্দিষ্ট কতিপয় অযৌক্তিক ধর্ম্ম ক্রিয়ার ...বিলোপ সাধনের চেষ্টা পাইয়াছিলেন। হিন্দু...ধর্ম্মাবলম্বিদিগের মধ্যে স্বামীর অনুগামিতার ...নিবারণ এবং অল্পবয়সে স্ত্রীগণের বিবাহ ...নিষেধ করেন। বিধবাদিগকে পুনর্ব্বার বিবাহ ...করিতেও অনুমতি দেন। দুঃখের বিষয় এই ...যে তাঁহার এই সকল শুভ চেষ্টা তাঁহার শরীর...পাতের সঙ্গে সঙ্গে বিনাশ প্রাপ্ত হইয়া যায়। ...তিনি যদি বাল্যকালে বিদ্যাশিক্ষার উপায় ...প্রাপ্ত হইতেন, অধিকাংশ লোকের হৃদয় কল্প...তাহা হইলে অন্ধকার দূরীভূত করিতে পা...রিতেন, ... হইলে তাঁহার মনোবাঞ্ছা প্রায় ... সম্পন্ন হইত সন্দেহ নাই। ... তিনি যোদ্ধা হিন্দুদিগকে ... পদ দানে পরাঙ্মুখ ছিলেন

না। রাজার এরূপ উদার ভাব না হইলে ভিন্ন জাতীয় প্রজার কি কখন সুখ সাধন হয়? সংগ্রাম স্থলেও তাঁহার সকরুণ নেত্র বাষ্প জলে অবনত হইত। রণস্থলে বন্দীদিগকে গোলাম করিবার প্রথা তিনি রহিত করেন। যাহাতে দুর্গ অট্টালিকাদি নির্ম্মাণ ক্রিয়ার উৎকর্ষ হয়, তদ্বিষয়ে তাঁহার সবিশেষ দৃষ্টি ছিল।

আকবর রাজস্ব সংক্রান্ত বিষয়ের দোষ সংশোধনের যে তিনটী উপায় অবলম্বন করিয়াছিলেন, তদ্দ্বারা তাঁহার প্রতিভাশালিতা, উদ্যোগশীলতা ও কার্য্যদক্ষতার সবিশেষ পরিচয় পাওয়া যাইতেছে। সে এই—

প্রথম। রাজ্যের সমস্ত ভূমির যথার্থ পরিমাণ।

দ্বিতীয়। কোন্ ক্ষেত্রে কত শস্য উৎপন্ন হয় ও সেই শস্যের কত অংশ রাজাকে দেওয়া উচিত, তাহার নির্ণয়।

তৃতীয়। রাজার প্রাপ্য শস্যের মূল্য নিরূপণ।

বিচার প্রণালী ও সৈনিকদিগের বেতন দানের রীতি ঘটিত যে সমস্ত দোষ ছিল, আকবর তাহারও সংশোধন বিষয়ে উদাসীন ছিলেন না। তিনি যে যে কার্য্যের অনুষ্ঠান করিতেন, তাহার সমুদায়েই তাঁহার দয়াগুণের সবিশেষ পরিচয় হইত, কিন্তু একটী বিস্ময়ের বিষয় এই যে কোন কোন অপরাধে তাঁহার অধিকার কালে হস্তপদাদিছেদন দণ্ডের বিধি উঠাইয়া দেওয়া হয় নাই।

আকবর এইরূপ নানাবিধ কার্য্যে মনোযোগী হইয়া প্রায় ৫০ বৎসর কাল রাজ্য ভোগ করিয়া মানবলীলা সম্বরণ করেন। তাঁহার গুণ দোষের বিষয় পর্য্যালোচনা করিলে স্পষ্ট প্রতীয়মান হইবে যে তাঁহার সদৃশ ভূপতি ভূমণ্ডলে সচরাচর জন্ম গ্রহণ করেন না। তিনি বিলক্ষণ সুশ্রী ও বলবান্ ছিলেন। তাঁহার অন্তঃকরণও নানাবিধ সদ্‌গুণে ভূষিত ছিল। তিনি ইন্দ্রিয়পরায়ণ ছিলেন না, অতিশয় পরিশ্রমী ছিলেন। তিনি তিন ঘণ্টা মাত্র নিদ্রা যাইয়া পরিতৃপ্ত হইতেন। তিনি কখন কখন পদব্রজে ১৫। ২০ ক্রোশ পথ একদিনের মধ্যে চলিতেন অশ্বপৃষ্ঠে ১০০ ক্রোশ পথ দুই দিবসে গমন করিয়াছিলেন। তিনি অতিশয় দাতা ছিলেন।

শেষ আগামি বারে হইবে।

নূতন পুস্তক ও পত্রিকা।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করি...তেছি, নিম্ন লিখিত দুইখানি পুস্তক ও এক...খানি পত্রিকা আমাদিগের হস্তগত হইয়াছে।

১। সাধুভাষা সুবোধ ব্যাকরণ। শ্রীযুক্ত বাবু বিষ্ণুচরণ নন্দী ইহার প্রণয়নকর্তা। গ্রন্থকার পরিশ্রম পূর্ব্বক অনেক বিষয় ইহাতে সমাবেশিত করিয়াছেন। বাঙ্গলা ভাষা... সে সমস্ত ক্রিয়াপদাদি ব্যবহৃত হইয়া থাকে তাহার রূপ ও লক্ষণাদি দেওয়া হইয়াছে। ... পর বাঙ্গলা ভাষা সংস্কৃত হইতে উৎপন্ন হ...ইয়াছে, ইহাতে অনেক অবিকৃত সংস্কৃত শব্দ ব্যবহৃত হয়। সংস্কৃত ব্যাকরণ না জা...নিলে তাহার সাধন প্রক্রিয়া জানা যায় না, এই বিবেচনা করিয়া সুবোধ ব্যাকরণকর্ত্তা মুগ্ধবোধের অনেক সূত্র অনুবাদ করিয়া দি...য়াছেন। এই ব্যাকরণের অনেক স্থান আমা...দিগের মতে পরিবর্জনীয় ও পরিত্যা... বোধ হইল। গ্রন্থকার এক স্থানে লিখিয়াছে...ন "শুদ্ধ বর্ত্তমান এবং ভূত সামীপ্য বর্ত্তমা...ন কালে প্রায় ষষ্ঠী বিভক্তি হয়; যথা, তিনি ... ইতেছেন, আমি লিখিতেছি, তুমি দেখিতেছ, আমি এইমাত্র আসিতেছি।" এই রূপ ক...য়েকটি সূত্র ও উদাহরণ আছে। বাঙ্গলা ব্যা...করণে এ কেন?

২। পদার্থ তত্ত্ব। ইহা ইংরাজীর অনু...বাদ। জিলা হুগলির অন্তঃপাতী বংশবাটী...নিবাসী শ্রীযুক্ত বাবু দ্বারকানাথ দাস অনুবাদ...কর্ত্তা। ইহাতে অনেক গুলি উপকারী বিষয় সন্নিবেশিত হইয়াছে। রচনা নিতান্ত নির্দোষ না হউক, নীরস ও কর্কশ হয় নাই। আমরা কয়েকটি বিষয় অভিনিবেশ পূর্ব্বক পাঠ করি...লাম, কোন কোন বিষয় অসম্পূর্ণ ও কোন কোন বিষয় ইহাতে সন্নিবেশের অযোগ্য বলিয়া বোধ হইল। প্রথমে "গর্ভ" এই শিরোনাম দিয়া একটি প্রস্তাব লিখিত হইয়াছে, তাহা আরো কিছু বিস্তারিত করিয়া লেখা আবশ্যক ছিল। যৌবনাবস্থা বলিয়া প্রস্তাবটি লিখিত হইয়াছে, তাহাতে পর... কথা অশ্লীল কথা বাহুল্য ... উল্লিখিত হইয়াছে ... ভাগে ... আছে ...

...র্থ তত্ত্ব গ্রহের উপযোগী বলিয়া বোধ হইতেছে না।

৩। ১২৭০ সালের নূতন পঞ্জিকা। ইহা ...ওয়ার্স কোম্পানির যত্নে সুন্দররূপে মুদ্রিত হইয়াছে। কাশী নিবাসী শ্রীযুক্ত শ্রীচন্দ্র বি... ...বিধি এই পঞ্জিকা প্রণয়ন করিয়াছেন; ...মরা জানি জ্যোতিষশাস্ত্রে শ্রীচন্দ্রের ...লক্ষণ ব্যুৎপত্তি আছে।

বিবিধ সংবাদ।

৮ই পৌষ সোমবার।

অযোধ্যার ভারতবর্ষীয় সভা বাবু দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়কে এক মেডাল পুর...র দিয়াছেন। সভাপতি রাজা দিগ্বিজয় ...ংহ প্রকাশ্যরূপে স্বীকার করিয়াছেন, উক্ত ...বুর অযোধ্যায় যাওয়া অবধি তালুকদারে... ইংরাজ শাসনপ্রণালীর বিষয় অবগত ...য়াছেন। ভারতবর্ষের সমাজ সংস্কার ও ...নীতি ঘটিত উৎকর্ষ বঙ্গদেশ হইতেই ...ইবে সন্দেহ নাই। কিন্তু আক্ষেপের বিষয় ...ই, বঙ্গদেশীয়েরা ভিন্ন ভিন্ন জন স্থানে উ... ...খিত কার্য্যদক্ষতা প্রদর্শনে সম্যক্ সমর্থ ...ইতেছেন না।

বোম্বাইয়ের প্রধানতম বিচারালয় এক ...ন পারসী প্রাণ্ড জুরীকে ইংরাজী ভাষা ...নেন না বলিয়া বহিষ্কৃত করিয়াছেন। এক ...ন ব্যারিষ্টর বলেন উক্ত পারসী ইংরাজী ...নেন এবং অনেক স্থলে এই ভাষায় বক্তৃ... ...করিয়াছেন। উক্ত পারসী যদি বাস্তবিকই ...রাজী না জানেন এমন হয়, না জানিয়া ...হাকে জুরী করা হইল কেন? আবার অপ...ন করাই বা কেন?

আমরা দেখিতেছি লর্ড ডাঁলহৌসি... ...কিংস ও নূতন সিবিলিয়ানেরা অকারণ ...গ্রস্ত হইয়া আপনারা কষ্ট পান ও অ... ...র অনিষ্ট করেন বলিয়া ঐ রীতির যে প্র...বার করিয়াছিলেন, তাহার ফল হইতেছে. ...লাইট বলেন, প্রধান সেনাপতি অবা... ...হী সেনাদলের আফিসরদিগকে জানাই... ...ছেন, বিধি আছে অতিরিক্ত ব্যয় করি... ...ন, তাঁহারা সেনাদলে আর থাকিতে পেত... ...ইবেন না। ...র রিটেয়ার্ড... আফি-

...সরের কাজের এক হিসাব চাহিয়াছেন, তন্মধ্যে মহাজনদিগের স্বাক্ষর থাকিবে। অনেককে বিপদে পতিত হইতে হইবে সন্দেহ নাই।

অদ্য কাশী পর্য্যন্ত রেইলওয়ে খুলিয়াছে।

ফিনিক্স প্রবণ করিয়াছেন মান্দ্রাজের ব...ণিক সম্প্রদায় বড় দিনের উপলক্ষে আগামী বাণিজ্য কার্য্য সাত দিন বন্ধ রাখিবেন। কলিকাতার কেরাণীরাও চারিদিন পাইতেছেন।

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা কলিকাতার মিউনিসিপাল বিল রহিত করিয়া নূতন আর এক বিল করিতেছেন। ফিনিক্স বলেন তাঁহারা এক জন মেয়র (পূর্ব্বতন সহর কোতোয়ালের ন্যায়) সহকারী মেয়র ও প্রতি বিভাগে এক একজন বৈতনিক কমিসনর হইবার প্রস্তাব করিয়াছেন। কলিকাতার আগো এত হওয়া অসম্ভব। সভা নৌকা রেজিষ্টর করিবার বিলও ত্যাগ করিয়াছেন।

লাহোর ক্রণিকেল প্রবণ করিয়াছেন, ভারতবর্ষীয় রেইলওয়ে কোম্পানি দিল্লী দিয়া না করিয়া মিরাট দিয়া রেইলওয়ে করিবার সঙ্কল্প করিয়াছেন। যোধ হয় এ জনরব মিথ্যা, যখন আলীগড় পর্য্যন্ত রেইল বসিয়াছে তখন তাহা তুলিয়া পুনর্ব্বার মিরাটে লইবার কারণ কি?

আলাহাবাদ গেজেট বিখ্যাত দস্যু রাম নারায়ণ সিংহের সাহসিকতার দুটি উদাহরণ দিয়াছেন। সম্প্রতি পুলিসের ইনস্পেক্টর রামনারায়ণের এক জন সহচরকে ধৃত করেন। তাহাকে এক দল পুলিস সেনার অধীনে গাজিপুরে প্রেরণ করা হয়। রামনারায়ণ এই সংবাদ পাইয়া সহচরকে মুক্ত করিবার জন্য এক সঙ্কীর্ণ উপত্যকায় তাহাদিগকে আক্রমণ করিয়া আপন অভীষ্ট সিদ্ধ করিয়াছেন। এক দিবস এই দস্যু ফকিরের বেশে এক পথে বসিয়াছিল, এমত সময়ে একজন পথিক একটী টাট্টু চড়িয়া যাইতে যাইতে তাহাকে সেলাম করিলেন। ছদ্মবেশী ফকির তাহাকে অশ্ব হইতে অবতরণ পূর্ব্বক সেলাম করিতে বলিল। পথিক তাহা করিতে রামনারায়ণ জিজ্ঞাসা করিল, তোমার কোমরে কি? পথিক বলিলেন টাকা। রামনারায়ণ তাহা চাহিলে তিনি বলিলেন ফকিরের অর্থের প্রয়োজন

কি? তখন ছদ্মবেশী ফকির আপনার পরিচয় দিল। পথিক বিস্ময়াবিষ্ট হইয়া ফেলিয়া প্রাণ লইয়া পলায়ন করিল। ... পশ্চিমাঞ্চলে আজিও অনেক রাজিমাই... রবরায় দেখে।

উক্ত পত্র বলেন, সম্প্রতি কানপুরের ... কটে রুক্ষ। ষ্টেশনে এক জন চতুর্বিংশ...শীর শকটে বন্ধ হইয়াছে। রাত্রিতে সকলে চরবি দিতেছিল, বাঁশী বাজি[ল] সকলে পলাইয়া গেল, এক ব্যক্তি দুর্ভাগ্য সে পলাইল না, ইতিমধ্যে গাড়ী চলিতে সে চাপা পড়িয়া প্রাণত্যাগ করিয়া...

দিল্লীগেজেটের সর্ব্বোচ্চিত সংবাদ বলেন যে দুই দুর্বৃত্ত আফিসর ... একটি স্ত্রীলোকের উপর পশুবৎ আচ... করে, তাহাদিগের রেজিমেন্ট অন্যো... স্থানান্তরিত হইয়াছে কিন্তু তাহারা তথায় ... বদ্ধ আছে। অযোধ্যার কমিসনর গবর্ণমেণ্টকে জিজ্ঞাসা করিয়াছেন বঙ্গদেশে অপরাধীর... তম বিচারালয়ে কোথায়? ইহাদিগের বিচার হইবে সামরিক বিচারালয়ই তাহাদিগের ... উপযুক্ত বিচার স্থান।

হিন্দুপেট্রিয়ট বলেন, ইডেন সাহেব ... গ্রান্ট সাহেবের পরিবর্ত্তে বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভায় প্রবেশ করিবেন।

উক্ত পত্র আরও বলেন বেথুন কালেজের বালিকা বিদ্যালয়ের বালিকার সংখ্যা কমিতেছে এবং গবর্ণমেণ্ট উক্ত বিদ্যালয় উঠাইবেন বলিয়া যে জনরব হইয়াছিল তাহা সম্পূর্ণ মিথ্যা। গতবর্ষে ৭৯ টি বালিকা ছিল, এবার ১৫ ...।

ঢাকা প্রকাশ বলেন একজন বেশ্যা একটি পল্লীগ্রামস্থ বিদ্যালয়ের সহায়তার জন্য ৫০০ টাকা প্রদান করিয়াছে অথচ তত্রত্য জমীদার এক পয়সাও দেন নাই। ইহার ব্যাখ্যা আপনিই প্রকাশিত হইতেছে।

ঢাকা প্রকাশের এক জন সংবাদ দাতা বলেন, বরিশালের অন্তঃপাতী কয়েকটী গ্রামে ... ব্যাপক জ্বর হইতেছে। একটী গ্রামে প্রায় একশত লোক কয়েক দিবসের মধ্যে প্রাণত্যাগ করিয়াছে। গবর্ণমেণ্ট কমিসনর বসাই...

ধা, ঔষধও দিলেন না ; ভারতবর্ষীয়
কি নিয়া যাইতেছেন ? তাঁহারা স্বদেশীয়
ার অনুরাগ ভাজন হইবার আর কি সু-
গ পাইবেন ?

৯ই পৌষ মঙ্গলবার।

পুনা অবজারবর বলেন, বোম্বাইয়ের রে-
ন্সট হইতে সর্ব্বদা দ্রব্যাদি চুরি যায়
রেইলওয়ে কোম্পানি গবর্ণ-
লিস ত্যাগ করিয়া আপনারা পুলিষ
নিযুক্ত করিবেন। এটী গবর্ণমেন্টের
র সন্দেহ নাই। কোন্ দিন আসামের
গকে লাঠি ধরিয়া বসিয়াদিগকে চুরী
রিতে যাইতে হয়।

গপুরে "মধ্যভারতবর্ষীয় টাইমস্" একখানি সাপ্তাহিক ইংরাজী সংবাদ
াহির হইতে আরম্ভ হইয়াছে। ক্রমশঃ
া ভারতবর্ষের উন্নতি দৃষ্টিগোচর হইতেছে।

অযোধ্যাগেজেট বলেন, আসগর
লী, নামে একজন ভূতপূর্ব্ব বিদ্রোহী লক্ষ্ণৌ
রে ধৃত হইয়াছে। এই ব্যক্তি আর তিন
ন সহচরের সহিত কিটল নামক একজন
উরোপীয় কেরাণীর পরিচারককে বধ করি
ছিল।

এত দিনের পর কলিকাতার অকসন
কাম্পানির শেষ হইল। টালা সাহেবের স
য়ে ইহা যাবতীয় নীলামকারী কোম্পানি
াপেক্ষা প্রধান ছিল। অধ্যক্ষ ও কর্ম্মচারি
দগের দোষে কয়েক বৎসরাবধি ইহার ক্ষতি
মিয়া আসিতেছিল। গত কল্য যাবতীয়
করাণী ও সরকারকে ছাড়াইয়া দেওয়া হই-
াছে। চারিজন মাত্র হিসাব পরিষ্কার করি-
র নিমিত্ত আছেন। কোম্পানির দৌকা-
দারী ভিন্ন তাঁহাদিগের ঋণ নাই। শুনা
াইতেছে বাবু গোবিন্দচন্দ্র সেন, হীরালাল
ল ও [illegible] প্রসাদ পুনর্ব্বার ঐ কার্য্য
ারম্ভ করিবেন। আমরা এবিষয়ে তাঁহাদি-
গের অনুমোদন করি না, তাঁহারা এ চেষ্টা
াগ করিয়া একটি বড় [illegible] কোম্পা-
করুন। তাহা হইলেই [illegible] এদেশের
নেক শ্রীবৃদ্ধি হইবে।

ভারতবর্ষীয় গবর্ণমেন্ট [illegible] নামক
বান্দীর কালেজের সংস্কারার্থ ১৭০০২
প্রদান করিয়াছেন। গবর্ণমেন্টের এরূপ
কার্য্যই অনেক। আজ আজ তাহার বিক্রয়
করিয়া গবর্ণমেন্ট এক্ষণে পড়া কাহাকে তালি
দিয়া বৃথা টাকা নষ্ট করিতেছেন।

গেজেটে কয়েকখানি পত্র প্রকাশিত হই-
য়াছে; চট্টগ্রামের সিবিল আসিষ্টাণ্ট সর্জন
ডাক্তর বিটসন ও নিমকের সহকারী সুপরি-
ণ্টেণ্ডাণ্ট জন সাহেব তত্রত্য প্রতিনিধি কমি
সনরকে লিখিয়াছেন, চট্টগ্রাম প্রদেশে উত্তম
কাফি ও চা জন্মিতে পারে। তথায় কয়েক
খানি চায় ক্ষেত্র হইয়াছে। এক ক্ষেত্রের চা
এমন উত্তম যে লণ্ডনের একজন বিখ্যাত ব-
ণিক বলেন, তাহা ভারতবর্ষীয় যাবতীয় চায়
অপেক্ষা উত্তম। পর্ব্বতের মধ্যে অনেক স্থানে
চা আপনি জন্মিয়া থাকে। ডাক্তর বিটসন
আরও বলেন, তথায় বন্য আরারুট নামে
এক প্রকার মূল জন্মে, তদ্দ্বারা উত্তম কাপ-
ড়ের মাড় হইতে পারে।

ফিনিক্স বলেন, লেপ্টেনণ্ট গবর্ণর বোর্ডের
অনুরোধ না শুনিয়া ইষ্টাম্প আফিসের খা
তাঞ্চির বেতন ২৫০ হইতে [illegible]০০ টাকা করি
য়াছেন। বীডন সাহেব বলেন, যখন খাতাঞ্চি-
কে অধিকতর টাকা জামীন দিতে ও গুরুতর
কার্য্যের দায়ী হইতে হইতেছে, তখন তাঁহার
বেতন বৃদ্ধি না করা অন্যায়। যথার্থ বিচার!

উক্ত পত্র আরও বলেন, ভারতবর্ষীয়
গবর্ণমেন্ট আজ্ঞা দিয়াছেন গবর্ণমেন্টের যত
হাতি খানা আছে তাহা উঠিয়া যাইবে।
গবর্ণমেন্ট বাজার হইতে হাতি ক্রয় করিবেন।
যত সেনী হাতি আছে সে সমুদায় বিক্রয়
করা হইবে। হাতি খানার যত ব্যয় হয়, তদ
নুরূপ লাভ হয় না। আমরা জানি চট্টগ্রামের
খানায় গবর্ণমেন্টকে ক্ষতিগ্রস্ত করিতে হয়,
অথচ চট্টগ্রাম ও শ্রীহট্টে প্রধান হাতি খানা
আছে। [illegible] সম্পূর্ণ বিরোধী।

অদ্যকার টেলিগ্রাফে সংবাদ আসিয়াছে,
ইটালির মন্ত্রিবর্গ কর্ম্ম ত্যাগ করিয়াছেন।
ফলতঃ রাটেজি প্রধান মন্ত্রী হওয়া অবধি
ইটালীয় গবর্ণমেন্ট ক্রমাগত [illegible] নির্ব্বু-
দ্ধিতার কার্য্য করিয়াছেন। কেবল রাজার
দোষে বিদ্রোহ হয় নাই। এই মন্ত্রিবর্গ [illegible]
[illegible] ভিন্ন বিরক্ত হইয়াছেন। কেবুর যেমন
ছিলেন তাঁহার তুল্য লোক এক্ষণে ইউরোপে
নাই। সম্রাট নেপোলিয়ন নিজে বলিয়াছেন
"ইউরোপের মধ্যে যত লোক আছেন তাহা-
র মধ্যে আমি কেবরকে ভয় করি।" কেবরের
মৃত্যুর পর বারন্ রিকেসোল ইটালির সম্মান
অব্যাহত রাখিয়াছিলেন, ফরাসী ষড়যন্ত্রে
তাঁহাকে পদ ত্যাগ করিতে হয়। কিন্তু যখন
সমুদায় ইটালির লোক ও রাজা একদিগে
হইয়াছেন, তখন রাটেজি আর শাসন করিতে
পারেন না।

আর একটী দুঃখের সম্বাদ এই গারিবাল-
ডির কত স্থান হইতে এক জন ফরাসী চিকিৎ
সক একটী গুলি বাহির করিয়াছেন। সেনাপ
তি শীঘ্র শীঘ্র সুস্থ হইতেছেন। ওয়েলিংটন
বলিয়াছিলেন, এক নেপোলিয়ন চল্লিশ সহস্র
উত্তম সেনার তুল্য, সেই প্রকার এক গারি-
বালডি অষ্ট্রিয় গবর্ণমেন্টের ভয় ও ইটালির
সাহসের কারণ হইয়াছেন।

১০ই পৌষ বুধবার।

মান্দ্রাজ গবর্ণমেন্ট ত্রিবাঙ্কুরের রাজাকে
অতিশয় সমাদর সহকারে গ্রহণ করিয়াছেন।
হিন্দু, মুসলমান ও ইউরোপীয় সকল শ্রেণী
একত্র হইয়া তুল্যরূপে রাজার যথোচিত সম্ব
র্দ্ধনা করেন। শাসন কর্ত্তা সর উইলিয়ম ডেনি-
সন স্বয়ং মান্দ্রাজের প্রধান প্রধান লোকদি-
গকে রাজার পরিচিত করিয়া দিয়াছেন।
জাতিভেদের যেমন কলিকাতায় প্রবল, এমন
কোথাও নহে।

আগামি শুক্রবার ইডেন বাগানে একটি
ব্যোমযান উঠিবে। তিন নামে এক ব্যক্তি ত-
াহাতে আরোহণ করিবেন আমরা আরও শু
নিলাম, বেহ্মের অধ্যক্ষ জনষ্টনের স্ত্রী এসঙ্গে
উঠিবেন।

অদ্যকার গেজেটে দৃষ্ট হইল, বাবু দেবে-
ন্দ্রমোহন চট্টোপাধ্যায় পুনর্ব্বার বঙ্গদেশীয় সহ-
কারী সিবিল পে মাষ্টরের কর্ম্মের ভার গ্রহণ
করিয়াছেন। বঙ্গদেশ, উত্তর পশ্চিম ও পঞ্জা-
বের সিবিল পে মাষ্টরের পদ শূন্য হইলেই
তিনি ঐ পদ পুরাইবেন।

[illegible] সভা [illegible] দিলে-
[illegible] কোন কোন [illegible] আ-

[illegible] করিয়াছেন। তাঁহারা বিচারপতিগণ [illegible] দিগের হস্ত হইতে রেজিষ্টরের [illegible] লইবার প্রস্তাব করিয়াছেন। বাক্তি নির্- [illegible] বিষয়ে সভার অমত। ভারতবর্ষীয় স- [illegible] তবে বুঝি আজি কালি নিদ্রা ভঙ্গ হইয়া- [illegible], বোধ হয় এখনও ঘুমের ঘোর আছে ম- [illegible] পাত্রি পাক্‌কির তাঁহা নির্ণয় বিষয়ে মত [illegible]লেন কেন?

হোমনিউস্ লার্ড রসেলের একখানি [illegible] প্রকাশিত হইয়াছে, তাহাতে দৃষ্ট হইল [illegible] ফরাসী সম্রাট এই প্রস্তাব করিয়াছিলেন, [illegible] [illegible]তঃ মধ্যস্থ হইয়া ছয় মাস কালের [illegible] আমেরিকার যুদ্ধ বন্ধ করিবার চেষ্টা কর [illegible] লার্ড রসেল তদুত্তরে বলিয়াছেন, [illegible] উত্তর বিভাগের বলক্ষয় ও অন্তরাগের [illegible] [illegible] নাই, এখন মধ্যস্থ মানিবার প্রস্তাবে ফল [illegible]র্শিবে না। আরও কিছু দিন বিলম্ব [illegible]রিয়া প্রস্তাব করা কর্ত্তব্য। ফরাসী গবর্ণমেণ্ট ট্রেণ্ট জাহাজ ঘটিত বিবাদে ইংলণ্ডের যে সহায়তা করেন, তন্নিমিত্ত ইংলণ্ডীয় গবর্ণমেণ্টের নি[কটে] ধন্যবাদ পাইয়াছেন। রুশীয় গবর্ণমেণ্ট বলিয়াছেন ইংলণ্ড ও ফ্রান্স মধ্যস্থ হইলে তাঁ- হারা সহকারী হইতে পারেন, কিন্তু সে সময় আইসে নাই। আমেরিকাবাসিরা দেখুন ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট [illegible] হইয়া কার্য্য করেন না। যাহা হউক, ফরাস সম্রাট এ[illegible] শান্তিবিপ্রতিকতা[illegible] পামরষ্টনের নিকটে পরাজিত হইয়াছেন।

কল[illegible]র ব্রিজে যুজেরের নিচে বাবিয়ারি ষ্টেসনে মালের গাড়ি ভাঙ্গিয়া গিয়াছে। বি শেষ বৃত্তান্ত প্রকাশিত হয় নাই। এক [illegible] [illegible] গাড়ি রাত্রি সাড়ে আটার সময় না আসিয়া সাড়ে তিনটার সময়ে আসিয়াছে। এই শকট দ্বারা অনে[illegible] ও আনা হইয়া- ছে। এক্ষণে ভারতবর্ষীয় কোম্পানির রেইল ওয়েতে এসকল দুর্ঘটনা এত ঘটিতেছে কেন?

১১ই পৌষ বৃহস্পতিবার।

দিল্লীগেজেট বলেন, লেপ্টেনণ্ট [illegible] [illegible] বিচার আরম্ভ হইয়াছে। কেবল [illegible] এক জন বোম্বাইয়ের ব্যারিষ্টর তাঁহার পক্ষ সমর্থন করিতেছেন। দুই জন বিবিজি সাক্ষী বলিয়াছেন তাঁহারা [illegible] [illegible] দর্শন করিয়া লেপ্টে কমিসনরকে সংবাদ দেন। [illegible]দিগের জন্য বিচার বন্ধ রহিয়াছে।

এক জন ইউরোপীয় করাচিতে মুদ্রা চুরি করিয়া কিছু টাকা [illegible] পলায়ন করিয়া রাজপুতনার গমন করে। তথায় সে আপ- নাকে [illegible] [illegible] ডেপুটি [illegible] বিউ- নের [illegible] এক জন সম্পাদক ও চিত্রকর ব- লিয়া পরিচয় দেয়। তন্নিমিত্ত অনেক ইউ- রোপীয় ভদ্রলোকে তাহাকে সমাদর করেন, এবং কেহ কেহ কিছু টাকাও দিয়াছেন। পরে হঠাৎ করাচি হইতে তাহাকে বন্দী করি বার পরওয়ানা আসিয়াছে। সে আউটার সে পর সম্পাদককে এই বলিয়া পত্র লিখিয়াছে "মহাশয়! অনুগ্রহ করিয়া যতদূর পারেন সহায়তা করিবেন। আমি যাহাতে নির্দ্দোষী হই এ চেষ্টা আপনাকে করিতে হইবে। .... যাহাতে আমার বোম্বাইয়ের প্রধানতম বি- চারালয়ে বিচার হয় আমি সে চেষ্টা করিব, কা[illegible] আমি নিশ্চয় জানি তত্রত্য জুরি আ- মা[illegible] [illegible] নির্দ্দোষী বলি[illegible]।" ইংরাজী সমা চার পত্র [illegible] দোষী ইউরোপীয়দি গের সহায়তা করেন এবং জুরিরাও তাহা দিগকে মুক্ত করিয়া দিবার চেষ্টা করেন, ইহা কেবল যে ইউরোপীয়দিগের [illegible]পক্রিয়া প্রবৃত্তি বৃদ্ধির কারণ এরূপ নহে, এতন্মূলক এদেশীয়দিগেরও এই সংস্কার জন্মিয়াছে যে রাজপুরুষেরা পক্ষপাত নিবন্ধন ইউরোপী য়দিগের দণ্ড বিধান করেন না।

মফস্বলাইট বলেন, অযোধ্যার কমিসনর উইঙ্গফিল্ড্ সাহেবের উত্তরপশ্চিমাঞ্চলের শাসন কর্ত্তৃত্ব পদ পাইবার সম্পূর্ণ সম্ভাবনা।

অবে[illegible] গেজেট বলেন অসগার আলি নামক বিদ্রোহী ও হত্যাকারী এক দিন যে [illegible] শাহ মহলের বাটীর দেওয়ান ছিল। এক্ষণে বেগ[illegible] [illegible] হইয়াছে। তিনি এত[illegible] প্রকার লোককে কি জন্য আপন বাটীতে [illegible] দিয়াছিলেন? সদর দরোগাকেও এ নিমিত্ত যন্ত্রণা [illegible] করিতে হইবে।

[illegible] টাইম[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] নিরানন্দ সমাদর [illegible] জন সাধা[illegible]- পাঠালয়ে মহাসমারোহ হইবে। [illegible] দান করা হইয়াছে তাহাতে ইংলণ্ডেশ্বরী, লার্ড এলগিন, সর উইলিয়ম ডেনিসন, ত্রিবা ঙ্কুরের রাজা, কর্ণাটের নবাব ও সর চারলস ট্রিবিলিয়ানের নাম লেখা ও তাঁহাদিগের প্র শংসা করা হইয়াছে। সর চারলস্ ট্রিবিলি- য়ান [illegible] ও এতদ্দেশীয় সর্ব্বসাধা- রণের [illegible] পাত্র।

[illegible] বলেন গত মঙ্গলবার নিমতলার [illegible] এক জন [illegible] বাটীর [illegible] নরদমায় একটী [illegible] পাওয়া যায়। তাহা খোলাতে এক যুবা পুরুষের মৃত দেহ বাহির হইয়াছে। সে কে, ও কোন্ ব্যক্তি তাহাকে বধ করিয়াছে তাহার অনুসন্ধান হয় নাই। পুলিস কর্ম্মচারী [illegible] সাহেব হত্যাকারীকে ধৃত করিবার বি শেষ চেষ্টা করিতেছেন।

উক্ত পত্র ইংলণ্ডীয় একখানি কাগজ হ- ইতে একটি হিসাব উদ্ধৃত করিয়া বলিয়াছেন। এতদ্দেশীয় তত্রত্য সংবাদ পত্রের নিমিত্ত অ[illegible] [illegible] অপ[illegible] [illegible] [illegible] টাইমস প্রভৃতি সকল [illegible] হইয়াছে। [illegible] ও [illegible] সং[illegible] প্রাহক [illegible]। [illegible] [illegible] নাই বলিয়া গ্রাহক [illegible] যথার্থ, চিকিৎসক উকীল ও [illegible] সম্পাদক প্রভৃতি সকল [illegible] [illegible] কটী মহাদেশের সময় আছে। [illegible] [illegible] কার যুব ও প্রৌঢ়ের [illegible] তবে গ্রাহক কমিল কেন?

১২ই পৌষ শুক্রবার।

গত রাত্রিতে কলুটোলার বাবু [illegible] [illegible] মল্লিক আপনার ছাদ হইতে [illegible] [illegible] পড়িয়া মৃতপ্রায় হইয়াছেন। চিকিৎসকে[illegible] রা কহিতেছেন তাঁহার জীবন সংশয়।

আলাহাবাদ গেজেট বলেন, শীঘ্র [illegible] [illegible] ২৫০০ নূতন সৈন্য প্রেরিত হইবে।

উক্ত পত্র আরও বলেন, [illegible] [illegible] ইউরোপীয় সৈনিকের বন্দী হইয়া গিয়াছে।

উক্ত পত্রদ্বারা আরও জানা গেল [illegible] তথায় একটি সেতু ভগ্ন হইয়া [illegible] কয়েক জন [illegible] আহত হইয়াছে।

ঢাকা নিউ- বলেন সম্প্রতি [illegible] কয়েক জন সভার যেকার হইমের সহিত সা- ক্ষাৎ করিয়া মুখ [illegible] [illegible] কথা বলিয়াছেন। যত শীঘ্র এ [illegible] শেষ হয়, ততই ভাল।

১৩ই পৌষ শনিবার।

গত শুক্রবার অপরাহ্ণ পাঁচ ঘটিকার সময়ে ইডেন বাগানে বিজ্ঞাপিত সময়ে [illegible] সা- হেব তাহার পুত্র ও [illegible] মেরিয়ান [illegible] যানে আকাশমার্গে উ[ত্থি]ত হইয়াছিলেন [illegible] ক্রমশঃ পূর্ব্ব দক্ষিণ ভাগে [illegible] [illegible] চৌরঙ্গির [illegible] [illegible] পতিত হইয়াছে।

দিল্লীগেজেট বলেন, [illegible] [illegible] কালে গবর্ণমেণ্ট ক্ষতিগ্রস্ত হইয়াছেন। ১৫০০ মণ বীজ বিক্রয়ের চেষ্টা হয়, কিন্তু কে- বল ৪০০ মণ বিক্রয় হইয়াছে। কাশ্মীরের মহারাজ উহা ক্রয় করিয়াছেন। [illegible] মূল্য ১০৪ [illegible]।

উক্ত [illegible] আরও বলে[illegible] [illegible] শরীর দুইজন আফিসর [illegible] [illegible] [illegible] [illegible]য়াছিলেন। সিন্ধিয়ার লোকে [illegible] কে বন্দী করিয়াছেন। তাহারা [illegible] ভিতরে কাহারও [illegible] অনুমতি নাই এতন্মূলক বোধ [illegible] একটি [illegible] উপ[illegible] [illegible] হইতে পারে।

[illegible] গেজেট বলেন [illegible] ও [illegible] সেনর ও মুইনলাল নামে [illegible] বন[illegible] পাখী মারিতে গিয়াছিল [illegible]

[illegible]

৬ই পৌষ শনিবার।

... রৌজিউর করণার ... অনাবশ্যক ... তে তাহা পরিত্যক্ত হইল।

... এতদ্দেশীয় ... ইডেন সাহেব ... জোত, রাজি সংক্রান্ত বিলের ... এক জন সভ্য হইবেন।

ইউরোপীয় সমাচার।

... ফেব্রুয়ারি। ... সুলতান করিয়াছে ... ফেডারিক ... বলে, কিন্তু ... সভ্য মিউনিসি- ... অসম্মত হইয়াছেন। ... সাহেব ... ছিলেন। ... উত্তর ... মীর ... উদ্যমে ... সেনাদিগের ... হইয়া আছে। ... আছে। এক্ষণে ... কোর্ট ... পাসিতে বিক্রয় করিবেন ... নিকট মুক্ত হই- ... আছে।

... মন্ত্রি সম্প্রদায় কর্ম ত্যাগ করিয়া- ... মূল্য বৃদ্ধি হইতেছে।

... স্বাধীনতামূলক বিশেষ গোল ... পত্র প্রকাশিত ... হইতেছে অনেক ... হইতে বলিতেছিলেন, কিন্তু

[illegible]

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনন্ট গবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

২৪এ নবেম্বর—নিম্নলিখিত কর্মচারিরা ১৮৬২ অব্দের ... আইন অনুসারে ভিন্ন ভিন্ন জেলার রেজিষ্ট্রার হইলেন—

বাবু ... বাকরগঞ্জ।
এ, এ ... বাঁকড়া।
মৌলবী ... উদ্দিন, ভাগলপুর।
বাবু গোবিন্দ চন্দ্র চৌধুরী, বীরভূম।
ডাক্তর জে, বি, আরমন, বেহার।
এচ এম, ... বর্দ্ধমান।
বাবু ... চট্টোপাধ্যায়, বাঁকুড়া।
ডাক্তর ... চট্টগ্রাম।
মৌলবী ... কটক।
ডাক্তর এ, সিম্সন, ঢাকা।
এস, সি, ... দিনাজপুর।
এ, ... সাহেব, হুগলী।
এচ, এস, ... সাহেব, ...।
বাবু ... মিত্র মেদিনীপুর।
... ময়মনসিংহ।
বাবু ... মুর্শিদাবাদ।
মৌলবী ...।
বাবু ... নদীয়া।
বাবু ... ২৪ পরগনা।
... পাটনা।
মৌলবী ... পূর্ণিয়া।
... পুরী।
বাবু গোপালচন্দ্র ঘোষ, রাজসাহী।

[illegible]

... মিহিজাম ... জবলপুর ... হাবড়া ... ইস্পেক্টর ... নিম্নলিখিত কর্মচারিরা ... ক্যাপ্টেন ... সাহেব ... বাবু ... মুখোপাধ্যায়, ... সাহেব, হাবড়া। ...

[illegible]

... থাকিবেন ... জে, এ, ... সাহেব ... পশ্চিমোত্তর ... সম্বন্ধের ... করি- বেন।

১৫ই ডিসেম্বর—নিম্নলিখিত ব্যক্তিরা ... সাধারণ শিক্ষা ... কমিটির সভ্য হই- লেন।

... এবং বাবু গোকুল চন্দ্র চৌধুরী।

নিম্ন লিখিত ব্যক্তিরা ... বি- ভাগের ... হইলেন।

... বাবু ... বিভাগ, মেদিনী ...

বাবু কৃষ্ণকমল ভট্টাচার্য্য ... কলেজের এক জন অধ্যা...

বাবু ... কালেজের এক জন সহকারী ... হইলেন।

... মুন্সিফ ... হোসেন বঙ্গদেশীয় ... ১৮৬২ অব্দের ... আইনের ... পরগনার ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইলেন।

১৮ই ডিসেম্বর—এচ, বি, ... সাহেব চট্টগ্রামের মাজিষ্ট্রেট ও কালেক্টর ... কার্য্য করিবেন, এবং ঐ জেলার মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইবেন।

অর্থশিরিকি, জি, টেলর সাহেব বর্দ্ধমানের জয়েন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর হইবেন, কিন্তু যতদিন অন্য কোন আজ্ঞা না হয়, বাখরগঞ্জের প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর থাকিবেন।

যতদিন বেহারের ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর মৌলবী আমান আলি খাঁ নিজ কর্ম্মানুরোধে অনুপস্থিত থাকিবেন, তদ্দিন অথবা যতদিন অন্য কোন আজ্ঞা না হয়, মৌলবী গুলাম [illegible] ১৮৪৩ অব্দের ১৫ আইন ও ১৮৩৩ অব্দের ৯ আইন অনুসারে তথায় প্রতিনিধি ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর থাকিবেন এবং ফৌজদারি আইনের ২২ ধারানুসারে প্রথম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

১৩ই ডিসেম্বর—ই ক্রোফান সাহেব বঙ্গদেশীয় পুলিসের এক জন প্রথম শ্রেণীর সহকারী তত্ত্বাবধায়ক হইবেন।

২৫এ নবেম্বর—বাবু মথুরানাথ [illegible] চম্পারণের ডেপুটী রেজিষ্টর হইবেন।

১০ই ডিসেম্বর—নিম্ন লিখিত কর্ম্মচারিরা [illegible] রেজিমেন্টে (বারাক) যুদ্ধার্থ গমন [illegible] কর্ম্ম করিবেন—

কাপ্তেন জে ই এল উইলোপ।
লেপ্টেনেন্ট মাইকল মাণ্টিন।
" ডবলিউ জি মেটকাফ।
" ই সলর।

১৯এ ডিসেম্বর—সি, বি, গারেট সাহেব কিছু দিনের জন্য ২৪ পরগণার জয়েন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর থাকিবেন।

হাবড়ার ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর ই, এফ, ম্যাক্নটেন সাহেব মুরশিদাবাদে বদলী হইয়া তথায় মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

মেজর ই, জি, ডাল্টন আপন [illegible] হইতে অবসর হইয়া [illegible] অবধি ছোট নাগপুরের কমিসনর হইবেন।

প্রেরিত

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

মহাশয় আমার গত বারের প্রেরিত পত্রখানি অপেক্ষাকৃত সাবধানতার সহিত মুদ্রিত না হওয়াতে অত্যন্ত দুঃখিত হইয়াছি। একটি স্থানে আমার অর্থ একেবারে পরিবর্ত্ত হইয়া গিয়াছে। ১৭ অগ্রহায়ণের সোমপ্রকাশের ৩৬ পৃষ্ঠার ৪১, ৪২ এবং ৪৩ পংক্তিতে লিখিত হইয়াছে, "ব্রাহ্মের কি এই যোগ্য প্রার্থনা যে তুমি আমার হৃদয়কে পবিত্র কর্‌য়া দিতে [illegible]"। প্রকৃত কথা এই, [illegible] "ব্রাহ্মের কি এই যোগ্য প্রার্থনা? ব্রাহ্মের প্রার্থনা এই যে তুমি আমার হৃদয়কে পবিত্র করিয়া দিতে দেখা যেও"। দেখুন এপ্রকার মুদ্রিত না হওয়াতে লেখার কেমন বিপরীত অর্থ হইয়া দাঁড়াইয়াছে; ভবিষ্যতে যাহাতে এপ্রকার না হয় আপনি সে বিষয়ে অনুগ্রহ করিয়া কিঞ্চিৎ মনোযোগী হইলে অতিশয় বাধিত হইব।

"ক্ষেত্র" যেরূপ সাধারণ ভাবে গৃহীত হয় প্রার্থনা সেরূপ নহে। প্রার্থনা উপাসনার একটি অঙ্গ মাত্র। ইহার অর্থ যাচ্ঞা। আপনি বলিয়াছেন "ঈশ্বর আমাকে মঙ্গল ভাবে সম্পন্ন কর এরূপ প্রার্থনা (আন্তরিক হইলেও) দ্বারা নীলকর সদৃশ পাপি ব্যক্তির আত্মার কখনই উন্নতি হইবে না"। কিন্তু এরূপ প্রার্থনা যদি আন্তরিক হয় তবেই সে প্রকাশ পাইতেছে যে তাহার নিজ দুষ্কর্ম্মের প্রতি ঘৃণা উপস্থিত হইতেছে ও তাহা পরিত্যাগের জন্য সে সচেষ্টিত(২) আছে। পাপের প্রতি ঘৃণা উপস্থিত না হইলে পাপ হইতে মুক্তি পাইবার জন্য, আত্মাকে মঙ্গলভাবে সম্পন্ন করিবার জন্য প্রার্থনা আবার আন্তরিক কি প্রকারে হইবে? আর যখন কোন মনুষ্যের কোন একটি পাপের প্রতি ঘৃণা উপস্থিত হইয়াছে তখন ইহা বলা বাহুল্য মাত্র যে সে ইহা হইতে দূরে থাকিতে চেষ্টিতই আছে। কিন্তু আবার সে পরীক্ষাতে দেখিতেছে যে পাপের সহিত বহু দিবস পর্য্যন্ত সহবাস করাতে তাহার আত্মার বলের অনেক হ্রাস হইয়াছে। এবং যখনি আপনাকে দুর্ব্বল বোধ হয় তখনি স্বভাবতই সেই অভাব মোচনের জন্য ঈশ্বরের নিকটে প্রার্থনা করে। সে যখন আপনাকে দুর্ব্বল দেখিয়া ঈশ্বরের শরণাপন্ন হয়, (প্রার্থনা করার অর্থই শরণাপন্ন হওয়া) সেই শরণাপন্ন হওয়াতেই তাহার একটি মহৎ আশা হয় সেই আশাই তাহার হৃদয়কে কোমল ও নম্র করে এবং চেষ্টা ও উৎসাহকে (৩) শতগুণ বৃদ্ধি করে। সে তখন আপনাকে ঈশ্বরের হস্তে [illegible] এক প্রকার প্রশান্ত ও গভীর [illegible] করিতে থাকে। কিন্তু আমি যাহা ব[illegible] ভুক্তভোগের পরীক্ষার বিষয়, [illegible] নাকারীরা যে শীঘ্র ইহা বুঝিতে [illegible] আমার বিশ্বাস হয় না। [illegible] হইয়া কেবল প্রার্থনার [illegible] তাহার কখন আত্মিক শ্রী[illegible] তে যাহার স্পৃহা হইবে [illegible] ইহা কিরূপে হইবে। সুতরাং [illegible] যাহা যে ঈশ্বরকে প্রাপ্ত হইতে [illegible] প্রার্থনা বাক্যের অনুরূপ আর [illegible] উথিত হইল তবে আর প্রার্থনা [illegible] কোথায় রহিল। আর আপনি যে [illegible] যে স্পৃহা ও ইচ্ছার সহিত প্রার্থনা [illegible] কর্ণ স্থানে তাহা বাস্তবিক (৪) [illegible] ঈশ্বরের নিকটে তো আরই হবে [illegible] সর্ব্ব অন্তর্যামী, ঈশ্বরের নিকট [illegible] প্রায় সমান। যেমন লোক [illegible] মন আইলে সেই প্রকার [illegible] হইলেই হৃদয় ও মুখের [illegible] ত হইয়া প্রার্থনা বাক্য রূপে [illegible] হইতে থাকে। ব্রাহ্মেরা (আপনি [illegible] য়াছেন) কৃতজ্ঞতা ভক্তি প্রীতি ইত্যাদি [illegible] সহিত প্রার্থনা শব্দের অভেদ করেন [illegible] না একসকল হইতে ভিন্ন। প্রার্থনার [illegible] আপনি এখনো বলিতেছেন যে [illegible] প্রার্থনা করা উচিত না, কেন তাহা [illegible] হয় না। কিন্তু যদি ইহা সপ্রমাণ [illegible] ম, মনুষ্যের অভাববিশিষ্ট এবং [illegible] বোধ উচিত তবে আপনি প্রার্থনা [illegible] পকতা করেন কি না? প্রার্থনা [illegible]

---

(১) ঈশ্বরের আদর্শ [illegible] ছিলেন, তাঁহাদিগের অভিপ্রায়ের [illegible] ঘটিয়াছে। স

(২) আমি পূর্ব্বে বলিয়াছিলাম, এখনও বলিতেছি দুষ্কর্ম্মের প্রতি ঘৃণা ও তৎপরিত্যাগ চেষ্টাই আত্মার উন্নতিসাধন, প্রার্থনা নহে। ভাল এস্থলে একটি কথা জিজ্ঞাসা করা যাইতেছে, বোধ করুন এক ব্যক্তি প্রার্থনা পরাঙ্মুখ হইয়া কেবল দুষ্কর্ম্মের প্রতি ঘৃণা ও তৎপরিত্যাগ চেষ্টা দ্বারা আত্মার উন্নতি সাধন চেষ্টা করিতেছেন, অপর এক ব্যক্তি দুষ্কর্ম্মের প্রতি ঘৃণা ও তৎপরিত্যাগ চেষ্টা না করিয়া কেবল প্রার্থনার উপর নির্ভর করিয়া আছেন, এই উভয় ব্যক্তিরই আত্মার উন্নতি লাভ হইবে কি না? নিরবচ্ছিন্ন প্রার্থনাপরের যদি আত্মার উন্নতি না হয় আপনি কিরূপে প্রমাণ করিবেন যে প্রার্থনা উন্নতির সাধন? স।

(৩) চৌর্য্য ও মিথ্যাবাক্যাদির ন্যায় প্রার্থনা নিষিদ্ধ কর্ম্ম নহে; প্রার্থনা করিলে পাপ জন্মে, একথাও কেহ কহে নাই। তদ্দ্বারা যদি কাহার উৎসাহ বৃদ্ধি হইবার সম্ভাবনা থাকে, তিনি প্রার্থনা করুন আপত্তি কি? কিন্তু আমরা পূর্ব্বেও বলিয়াছিলাম, এখনও [illegible] উদ্দেশে প্রার্থনা করা যায়, তাহা [illegible] ক খ গ ঘ ইত্যাদি হল বর্ণে অকার [illegible] কি ইত্যাকার সম্ভাবনা আছে? [illegible] সুবিধা কিম্বা কি অন্যের আনুকূল্য [illegible] থাকে? প্রার্থনাতেও ঐরূপ উদ্দেশ্য [illegible] তব ফল ভিন্ন দুর্ব্বলতা লাভ হয় না। [illegible]

(৪) প্রার্থনা ইত্যাদিতে। প্রার্থনা [illegible] জন্য অনেক ভাব সম্বন্ধ আছে। [illegible] তখন উভয়ে ঐক্যভাব নাই একথা কেন [illegible] যাহা হউক, আমরা বিনীত বাক্যে [illegible] মহাশয়কে জানাইতেছি, আমাদিগকে [illegible] ক্ষমা করুন, এ বিষয় লইয়া আন্দোলন [illegible] বার আর আমাদিগের ইচ্ছা নাই। ব্রা[illegible] সমাজের আচার্য্য অন্য একজন ব্রাহ্ম ধর্ম্মের [illegible] আছে কিনা অনুষ্ঠান করাতেই আমরা [illegible] আর প্রবৃত্ত হইয়াছিলাম [illegible] পরিবর্ত্তিত হয়। যদি সেই মূল [illegible] থাকে, তাহা হইলেই আমাদিগের [illegible] হইয়াছে, এ বিচার আমাদিগের [illegible]

হে, তবে তাহারা বিরোধী হওয়া মনুষ্যের স্বভাব বিরুদ্ধ কার্য্য সন্দেহ নাই। আর যদি প্রার্থনা স্বভাব সিদ্ধ হয় তবে যে ঈশ্বর মনুষ্যের জন্যই আমাদিগকে প্রার্থনাতে অধিকারী করিয়াছেন এবিষয়েও কোন সংশয় থাকিতে পারে না। যদি [illegible] জন্যই [illegible] দিগকে প্রার্থনাতে অধিকারী করিয়া [illegible] তবে প্রার্থনা করিলে [illegible]ই হইবে [illegible] নাই। ঈশ্বর আমাদিগের [illegible] বুদ্ধিকেই [illegible] দেন নাই। তবে কি না আমাদিগকে আবার জ্ঞানও দিয়াছেন যদ্দ্বারা সেই সকলকে যথা যোগ্য রূপে নিয়োগ করিতে পারি। সেইরূপ যদিও তিনি আমাদিগকে [illegible]তে অধিকারী করিয়াছেন তথাপি কোন [illegible] জন্য যে আমরা প্রার্থনা করিব ইহা [illegible]ের বিবেচনার উপর নির্ভর করিতেছে। বাহ্যজগৎকে আমরা এক অচ্ছেদ্য কার্য্যকারণ শৃঙ্খলাতেই বদ্ধ দেখিতেছি কিন্তু আত্মিক জগতেই কোন এক প্রীতির ভাব স্বাধীনতার ভাব উপলব্ধি করিতেছি। আত্মাতে স্বাধীন ভাব থাকাতেই একজন স্বাধীন সাধু মনুষ্যের সহিত অপর স্বাধীন সাধু মনুষ্যের যেরূপ সম্বন্ধ পিতা পুত্রে যেরূপ সম্বন্ধ, ঈশ্বর ও আত্মাতে সেইরূপ সম্বন্ধ স্থাপিত হইয়াছে। বন্ধুর নিকটে হৃদয় উদ্ঘাটিত করিলে হৃদয় ভার যেরূপ লঘু হয় ধর্ম্মাচার্য্যের নিকটে আপনার পাপভার ব্যক্ত করিলে মনুষ্যোপরি তাহার স্নেহ যত্ন যত [illegible] পাপ হইতে দূরে থাকিবার চেষ্টা [illegible]ন অধিক হয়, ঈশ্বরের নিকটেও যে সেই [illegible] হইতে পারে তাহাতে আর বিচিত্র টা কি। ইহা দ্বারা স্পষ্টই প্রতীতি হইতেছে যে আত্মিক রাজ্যে স্বাধীন রাজ্যে প্রীতির রাজ্যেই আধ্যাত্মিক প্রার্থনা বাস করিতে পারে এবং এপ্রার্থনার সফলও অবশ্যই আছে। যিনি শিশুর ক্রন্দনের উপশমের জন্য মাতার স্তনে দুগ্ধ দিলেন, যিনি আমাদিগকে ইন্দ্রিয় দিয়া তদুপযোগী পৃথিবী সৃজন করিলেন, যিনি ক্ষুধা দিয়া অন্নের সৃজন করিলেন, যিনি ভৌতিক শরীরের অভাব মোচন করিতেছেন, তিনি কি আত্মার অভাব, আত্মার ক্ষুধা অর্থাৎ আত্মার প্রার্থনা মোচন করিবেন না? যদি প্রার্থনা স্বভাবসিদ্ধ হয়, তবে ঈশ্বরই প্রার্থনা করিতে আদেশ করিতেছেন, অতএব তিনি আপনি প্রার্থনা করিতে আদেশ করিতেছেন অথচ তিনি তাহা পূর্ণ ক[illegible] ইহা অসম্ভব কথা। তিনি কিছুই [illegible] সৃজন করেন নাই, সুতরাং প্রার্থনাও [illegible] নহে।

[illegible] ঈশ্বরকে কৃতজ্ঞতা ভক্তি প্রীতি দেওয়া ও [illegible] নিকটে প্রার্থনা করাই তাঁহার উপাসনা। [illegible] উপাসনা যথার্থ ও আন্তরিক হইলে প্রিয় [illegible] হয়। ঈশ্বর আমার একেবার [illegible] বর্ষণ করিতেছেন [illegible] ইহা মনে হইলেই সমস্ত কৃতজ্ঞতা [illegible] তখন সকলের [illegible] কৃতজ্ঞতা [illegible] দান করিব। [illegible] বিশুদ্ধ নিষ্কলঙ্ক। [illegible] বিশুদ্ধ ভক্তি তাঁহার [illegible] আবেদন করে।

যখন সেই শুভ মঙ্গল স্বরূপের সৌন্দর্য্য আত্মাতে প্রতিভাত হয়, তখন প্রীতি গিয়া আপনা হইতেই তাঁহাকে আলিঙ্গন করে। যখন প্রীতি তাঁর সৌন্দর্য্যে নিমগ্ন হয়, তখন তাঁর প্রিয় কার্য্য সম্পন্ন করিতে আমাদিগের হৃদয় বদ্ধ হয় যখন আপনার মনুষ্যত্ব বল একত্র করিয়াও তাঁর প্রিয় কার্য্য সাধনে অসমর্থ হই, তখন তাঁরি প্রতি নয়ন উত্তোলন করি, ইহাকেই প্রার্থনা বলে। আমরা যদি ভূয়োভূয় উপদিষ্টও হই যে প্রার্থনা ফলদায়িনী নহে, আর যদি এরূপ অবস্থা ঘটে যে কোন এক ঘোরতর মহা পাপে পতিত হইয়া ঈশ্বরকে দেখিতে না পাই, যদি এরূপ অবস্থা ঘটে যে আপনার যত কিছু বল ঐক্য করিয়াও ঈশ্বরের কোন এক প্রিয় কার্য্য সাধনে অপারগ হই, তখন সহস্র বহুল তর্ক সত্ত্বেও আপনা হইতেই প্রার্থনা আসিবে নাথ! আমি মহাপাপপঙ্কে পতিত হইয়া অন্ধ হইয়াছি আমার পাপ মার্জ্জনা কর, তোমার প্রসন্ন মুখ দেখিতে আমি অক্ষম হইয়াছি, কৃপা বিতরণ কর, তোমার প্রিয় কার্য্য সাধনে আমার মনুষ্যত্ব বল পরাজিত হইতেছে, তোমার উৎসাহ জনক মুখচ্ছবি সম্মুখে প্রকাশ কর আমার হৃদয় শতগুণ বলের আধার হইবে আমার চেষ্টা শতগুণ বৃদ্ধি হইবে। সকলে বিবেচনা করিয়া দেখুন যে এপ্রকার বাক্য স্বাভাবিক উত্থিত হয় কি না। যদি একটি পুত্রের মৃত্যু হয় আর বুদ্ধিমান বন্ধুবান্ধবেরা তাহার মাতাকে বুঝাইতে চেষ্টা করে যে তুমি কেন বৃথা ক্রন্দন করিতেছ, ক্রন্দন করিলেই তো তোমার পুত্র আর প্রত্যাবর্ত্তন করিবে না, এরূপ যুক্তি দ্বারা কি সেই মাতার ক্রন্দনের উপশম হয়? মাতার তখন এরূপ বলিবার অধিকার থাকে যে তোমাদিগেরও যদি আমার ন্যায় অবস্থা হইত, তবে তুমি তর্কসমেত তোমাদিগকেও এই রূপ বিলাপ করিতে হইত। পুত্রের অভাব জনিত অন্তর হইতে যে রোদন উত্থিত হইতেছে সে কে বদ্ধ করিবে। ক্রন্দন কি না আন্তরিক প্রবল কাতরতার প্রকাশ্য ভাব। যখন বালক অন্নাভাবে শীর্ণ হইয়া মাতার নিকটে ক্রন্দন করে তখন মাতা আপনার মুখের অন্নও সেই বালকের মুখে উত্তোলন করিয়া দেন। কিন্তু যদি এমন হয় যে বালক রোদন করিতেছে, অথচ মাতার নিকটে কিছুই নাই, এস্থলে মাতা যদি পুত্রকে বলেন, যে বৎস আমার নিকটে তো কিছুই নাই, ইহাতে কি পুত্রের কাতরতার অন্ত হইতে পারে, বরং আরো বৃদ্ধিই হয়। তাহার সকল আশা আরো দুর্ব্বল হয়, তাহার শেষ নির্ভরের স্থান চলিয়া যায়। যখন ভিতর হইতে পাপ বল করিতে থাকে অথচ আমার আত্মিক বল সত্ত্বেও তাহাকে যুদ্ধে পরাজিত করিতে অসমর্থ হইতেছি, তখন স্বভাবতই ঈশ্বরের নিকটে প্রার্থনা যায়, হে ঈশ্বর! তুমি পতিতপাবন, তুমি আমাকে পাপের দায় হইতে মুক্ত কর এবং তোমার মুখচ্ছবি প্রকাশ করিয়া আমাকে উর্দ্ধে প্রেরণ কর। যখন আন্তরিক প্রার্থনা স্বভাব সিদ্ধ, তখন তাহা গ্রাহ্য [illegible] সিদ্ধ। পুত্রের রোদন, [illegible] রোদনে অসমর্থ হইলে পার্থিব মাতা যখন নিজে ক্রন্দন করেন, তখন সেই পরম মাতা কি আমাদের ক্রন্দন শুনিয়া আত্মার ক্ষুধা শান্তি করিবেন না? নিজ বলে পাপকে অতিক্রম করিতে অসমর্থ হইলে তাহাতে কি সহায়তা করিবেন না? সেই পরম মাতাকে দর্শনের জন্য ব্যাকুলচিত্ত হইলে তিনি কি দর্শন দিবেন না? এরূপ বাক্য যাহারা বলিতে ইচ্ছা করেন, বলুন, কিন্তু সাধু হৃদয় ইহা একবার ভাবিতেও পারেন না, মাতার ক্রোড়ে উঠিবার জন্য শিশু হস্ত প্রসারিত করিলে মাতা কি তাহাকে ক্রোড়ে গ্রহণ করিবেন না, ইহা অপেক্ষা অন্যায়তা আর কি আছে? কিন্তু আবার দেখ, যতক্ষণ পুত্র মাতার নিকটে যাইতে না অভিলাষ করে, ততক্ষণ তিনি যদি তাহাকে স্নেহের সহিতও ক্রোড়ে লন, সে তখনও মাতার স্নেহ বুঝিতে পারে না, মাতার ক্রোড়ে গিয়া সুখী হইতে পারে না, ক্রন্দনই করিতে থাকে। ঈশ্বর সেই জন্য এমন সময় দেখিয়া আমাদিগকে গ্রহণ করেন, যখন আমাদিগের হৃদয় মলিন কামনাতে পূর্ণ না থাকে, যখন অমৃতবারি আমাদিগের হৃদয়ে স্থান পাইতে পারে, যখন তাঁহাকে পাইবার জন্য আমাদিগের অভাব বোধ ও প্রার্থনা উদয় হইতে থাকে। যাঁহারা আন্তরিক প্রার্থনা করিলে সে প্রার্থনা গ্রাহ্য হয় না বলেন, যাঁহারা প্রার্থনা বিরোধী হইয়া তর্ক করেন, তাঁহারা মনুষ্যত্ব পরিবর্ত্ত করিতে চাহেন। তাঁহারা ঈশ্বরের করুণার উপর দোষারোপ করেন। প্রার্থনা যে উপাসনার একটি অঙ্গ ইহা দ্বারাই ঈশ্বরের সহিত আমাদের ঘনিষ্ঠতা হয় সংযোগ হয়। প্রার্থনা আকাশের অতীত ঈশ্বরকে নিকটস্থ করিয়া দেয়। অন্তরে যে সকল স্বাভাবিক ভাব আছে তাহা সকল প্রবল তর্ক দ্বারাও অপনীত হইবার নহে। তর্কেতে পরাজিত হইতে পারি কিন্তু কার্য্যের সময় প্রার্থনা নিজ প্রভুত্ব বিস্তার করিবেই।

কোন এক ব্রাহ্ম।

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু দ্বারকানাথ ঘোষ হাবড়া
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত ৫ টাকা
„ „ গঙ্গাধর রায় গাজিপুর
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ৫ ঐ
„ „ শিবচন্দ্র মুখুর্য্যা [illegible]
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত ১০ ঐ
„ „ অমৃতলাল বসু বহুবাজার
১২৬৯ পৌষ হইতে ৭০ অগ্রহায়ণ পর্য্যন্ত ১০ ঐ
„ „ মধুনাথ মজুমদার [illegible]
১২৬৯ পৌষ হইতে ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত ৫ ঐ
„ „ গোপালচন্দ্র পাল [illegible]
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ৫ ঐ

[illegible]

সোমপ্রকাশ

[illegible]

৫ ভাগ। ৮ সংখ্যা। | সন ১২৬৮ | ২২ পৌষ | ইং ১৮৬২ | ৫ জানুয়ারি | [illegible]

বিজ্ঞাপন।

ফরিদপুর জিলার অন্তঃপাতী [illegible] মহম্মদপুর [illegible] যে পত্তনি তালুক আছে, তাহা দরপত্তনি কেওয়া অথবা বিক্রয় হয়া যাইবে। যাঁহার লেই তালুক দরপত্তনি লই- বার অথবা ক্রয় করিবার ইচ্ছা আছে, তিনি কলিকাতায় [illegible] কোম্পানির নিক- টে আবেদন করিলে সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিবেন।

সোমপ্রকাশ।

২২এ পৌষ সোমবার।

আমরা এ সপ্তাহে সর্ব্বাগ্রেই একটী শোক সম্বাদ দিয়া পাঠকগণের চিত্তকে [illegible] করিতে প্রবৃত্ত হইলাম। [illegible] যে সম্বাদ আসিয়াছে, ঐ লাটোর সাহেবে- [illegible] মৃত্যু হইয়াছে। যাঁহারা ইঁহাকে বিশেষ [illegible] জানেন, এই সম্বাদটী শুনিয়া তাঁহা [illegible] অধিকতর দুঃখিত হইবেন সন্দেহ [illegible] অবিশেষ পা [illegible] ছিল। [illegible] মিথ্যা সক [illegible] দিয়া [illegible] হইতে পারিতেন না। ইনি যখন [illegible]

[illegible]

করিবনের অগ্রে তিনি যে বিনা পক্ষপাতে সাক্ষ্য দান করেন, তাহাই এ বিষয় সপ্র [illegible] করিয়া দিতেছে। তাঁহার দয়া অধিক ছিল। কেহ কেহ তাঁহার প্রতি এই বলিয়া যে আরোপ করিয়া থাকেন যে প্রবলের প্রতি তাঁহার একটী স্বাভাবিক বিদ্বেষ বুদ্ধি ও দয়া অধিক ছিল, এই দুই কারণে তিনি কখন কখন দুর্ব্বলের পক্ষ টানিয়া বিচার করিতেন, তাহাতে কখন কখন প্রবলের পক্ষে অন্যায় হইত। এই অপবাদ কত দূর সত্য, তাহা আমরা নিশ্চয় করিয়া কহিতে পারি না। [illegible] এক [illegible] হইতে একরূপ ঘটনা হওয়াও অসম্ভা- বিত নয়। যাহা হউক, যে কারণ প্রদর্শিত হইয়া তাঁহার প্রতি ঐ [illegible] দোষ আরো- পিত হয়, তাহাতে অধিকাংশ [illegible] যে একরূপ ঘটনা হইবার সম্ভাবনা ছিল না, তাহা আমরা স্পষ্টাক্ষরে নির্দ্দেশ করিতে পারি। প্রবল ও দুর্ব্বলে সম্বন্ধ হইলে যে প্রবল পক্ষই অন্যায় করেন, ইহা [illegible] [illegible] ও [illegible] বাক্য বটে।

—•—

সকল লোকেরই বিষয় বিশেষে এক একটী বিশেষ জ্ঞান আছে। [illegible] [illegible] অনেক অসাধ্য ঘটনা [illegible] বিশেষতঃ যাঁহার কর্ত্তৃত্ব ও [illegible] [illegible] তাঁহা হইতে অধিক [illegible] ঘটিবার সম্ভাবনা। [illegible] [illegible] ও [illegible] মেডিকেল কালেজের [illegible] [illegible] এই [illegible]

[illegible] থাকাতে বাঙ্গালা [illegible] বোধ উপস্থিত হইয়াছে, [illegible] শুনিয়াছেন। [illegible] [illegible] সিভিল [illegible] [illegible] সিপাল [illegible] ওয়াতে [illegible] [illegible] নিউ [illegible] সম্ভাবনা [illegible] সংস্কার এই, [illegible] [illegible] ক্রমিক [illegible] নক সম্প্রতি তাঁহা হইতে [illegible] কার্য্য অনুষ্ঠিত হইয়াছে।

সম্প্রতি [illegible] ইঞ্জিনিয়ারিং [illegible] [illegible] করিয়াছেন। তাঁহার লেই [illegible] মধ্যে [illegible] প্রাদুর্ভাব দৃষ্ট হইতেছে। [illegible]

[illegible]

[illegible]

[illegible]	১২০৬
[illegible]	১১৫৩
[illegible]	[illegible]

[illegible] যে ১৪ [illegible]

...য়াছেন, তাঁহাদিগেরও কয়েকটির নাম ...যে নিম্নে নির্দেশিত হইতেছে—

১। অর্থ

২য়। ধিকাপ্রধান

৩। পলীচরণ

৪। যদুনাথ

৫। টিকিনম ইত্যাদি

...গুরু ও আশুতোষের নাম নবম ও ...মে কৃষ্ট হইল। এবার মেডলি ...পরীক্ষা করেন নাই। পূর্ণ ও আশু ...লাক এত নীচে গেল কেন? যে যে ...কলিং ও ফিজিক্সিতে প্রতিযোগিতা ...সেই স্থলেই আমরা বাঙ্গালিদি...বাদ্য লাভ করিতে দেখিতে পাই ...ক্ষত্রিয় সাহেবের চক্ষে ইহার বিপ...ল কারণ কি? এক মাত্র পক্ষপাত ...ভিন্ন অন্য কোন কারণ আছে আমা...দের ত এরূপ বোধ হইতেছে না। যাহা ...উক, প্রিন্সিপালদিগের এরূপ পক্ষপাত ...কা অত্যন্ত অমঙ্গলের কারণ সন্দেহ ...াই। যে যে স্থল পক্ষপাতের উন্মূলনা...প্রতিষ্ঠিত হইয়াছে। সে সে স্থানে ...পক্ষপাত বর্জন অনন্য লোকের বিষয় ...সন্দেহ নাই।

লার্ড পামরষ্টন ও মাঞ্চেষ্টরের বণিক সম্প্রদায়।

* চলিত ভাষায় যে কতকগুলি প্রসিদ্ধ ...বাক্য আছে, তাহা ——ষীদের ভাব ...ব্যক্ত হয়, অন্য কোন উপায় দ্বারা সেরূপ ...হয় না। "যেমন বু..." "... তেমনি বাঘা" * এই একটি প্রসিদ্ধ বাক্য আছে। ...[illegible] অনেক সময়ে অনায়াসে আম...দিগের অনেক নিগূঢ় অভিপ্রায় সক...ল [illegible] সমুদয়ের হৃদয়ঙ্গম করিয়া ...দেওয়া [illegible]। সম্প্রতি মাঞ্চেষ্টরের বণিক সম্প্রদায় ——বর্ষের এসব লইয়া যে আবেদন [illegible] ইংলণ্ডেশ্বরীর প্রধান মন্ত্রী লার্ড পামরষ্টনের নিকট যে উত্তর পান করেন, তাহা ও তাহার অল পাঠক গণের হৃদয়ঙ্গম করিয়া দিবার নিমিত্ত আমরা [illegible] করিয়া উক্ত প্রসিদ্ধ বাক্যটী স্মরণ করাইয়া দিতেছি, পাঠকগণ অল বুঝিয়া লউন। অল্প দিন হইল, মাঞ্চেষ্টরের বণিক সম্প্রদায় লার্ড পামরষ্টনের সহিত সাক্ষাৎ করিয়া এক আবেদন পত্র প্রদান পূর্ব্বক সর চারলস উডের কার্য্যের প্রতি দোষারোপ ও ভারতবর্ষের শাসন প্রণালী পরিবর্তের অনুরোধ করেন। আবেদনকারিরা আবেদন মধ্যে এতদ্দেশীয়দিগের মঙ্গল ও ভারতবর্ষের শ্রীবৃদ্ধি এই ভূমিকা করিয়া পতিত ভূমি বিক্রয় ও তৎসম্বন্ধে এই বলিয়া লার্ড কানিঙের আজ্ঞার প্রশংসা ও সর চারলস উডের নিন্দা করিয়াছেন যে লার্ড কানিঙের আজ্ঞা সর্ব্ব সাধারণের প্রিয় ও সর চারলস উডের কৃত তৎপরিবর্ত্তন সকলের অপ্রিয় হইয়াছে। তাহার পর কণ্ট্রাক্ট বিলের কথা তুলিয়া বলা হইয়াছে যে এই বিল রহিত করাতে সর চারলস উডের "অন্যায়কারিতা, স্বেচ্ছাচারিতা, ও নির্বুদ্ধিতা প্রকাশ হইয়াছে।" এতাবন্মাত্র নয় একথাও কহা হইয়াছে যে সেই ষ্টেট সেক্রেটারি ভারতবর্ষীয় প্রধান শাসনকর্তার কার্য্যে সতত হস্তক্ষেপ করিয়া গবর্নর জেনরলকে দেশীয় লোকের নিকটে অপদস্থ ও হেয় করিয়া তুলিয়াছেন। অতএব ভারতবর্ষের সাধারণ বিষয় ব্যক্তিরেকে সামান্য বিষয়ে ষ্টেট সেক্রেটারি ও তাঁহার সভার হস্তার্পণ করা আবশ্যক হইতেছে না। পরে ক্রমে তাঁহাদিগের স্বার্থপরতা উদ্ভিন্ন হইয়া উঠিল। তাঁহারা অনুমান করেন সেই করিলেন, সর চারলস উডের দোষে ভারতবর্ষ হইতে তুলা আসিতেছে না এবং তাঁহারাই [illegible] লোক সাহেবকে তুলা উপযুক্ত কর্ম্মকারিকে [illegible] অধিক হইয়াছে।

আমাদিগের

...র ব্যয় করিয়াছেন; তাহাও ...হিত হইয়া শ্রবণ ও গ্রহণ করিয়া তিনি ...এইরূপে উত্তর দিলেন যে আপনাদিগের ...এই আবেদন দ্বারা সর চারলস উডের নামে অভিযোগ করাই উদ্দেশ্য, কিন্তু আমি বিলক্ষণ রূপে অবগত আছি, সর চারলস উড এক জন উপযুক্ত লোক, তিনি এ বিষয়ের সন্তোষকর উত্তর দানে সমর্থ হইবেন সন্দেহ নাই। তাহার পর তিনি ভারতবর্ষের শাসন কার্য্য সম্পূর্ণরূপে গবর্ণর জেনরলের ও তদধীনস্থ কর্ম্মচারি দিগের হস্তগত করিয়া দিবার প্রসঙ্গ করিয়া কহিলেন "যদিও (মাঞ্চেষ্টরের বণিক সম্প্রদায়ের) ইহা উত্তম কল্প বলিয়া বোধ হইয়া থাকে, কিন্তু ইংলণ্ডের আর কেহ ও মহামতি ইহার অনুমোদন করেন না। ভূতপূর্ব্ব কোম্পানি বাণিজ্য বিষয়ে অধিকতর ব্যস্ত থাকিতেন, তাঁহাদিগের রাজনীতি বাণিজ্যের শ্রীবৃদ্ধির পরাধীন হইয়াছিল, সুতরাং, তাঁহারা সামান্য বিষয়ে হস্তার্পণ করিতে পারিতেন না। এক্ষণে আর সেরূপ নাই, অতএব এক্ষণ আর ... এরূপ আদরণীয় হইতে পারে না।" ...বৃদ্ধ মন্ত্রী আরো বলেন, "আমি দেখিতে পাই, আপনারা লিবরপুল হইতে ... প্রভৃতি স্থানে বিক্রয়ার্থ তুলা প্রেরণ করিতেছেন, তথাপি কি জন্য আপনারা তুলা পাইলাম না বলিয়া যে চীৎকার করিতেছেন তাহা বুঝিতে পারিতেছি না।"

আমরা স্পষ্ট বাক্যে কহিতে পারি ...অত্রত্য শ্রীবৃদ্ধিকারিদিগের অনুরোধে ...লের সাহেবের যত্নে এই আবেদন ... হইয়াছে। লার্ড পামরষ্টন এই ... [illegible] কার্য্যে [illegible] ... [illegible] ... [illegible] ... করেন নাই। তিনি, কার্য্যে ... কৃত [illegible]। তিনি এক জন ... [illegible] ... [illegible]

...রাকো্যে ... তাঁহাদিগের যথার্থ স্বরূপ ... পাইতেছেন, তাহা বিস্ময়ের ... বিষয় এই, আমাদিগের ... রাজকর্মচারিদল স্বার্থ সিদ্ধির উ... অদ্ভুত উপায় উদ্ভাবন ... প্রকারে লোককে ভুলা... ইবার চেষ্টা পাইতেছেন, ... আনুগত্য, অনুরক্তি ও অনু... বশীভূত করিতেছেন, কত ... পাইতেছেন, কিন্তু কিছুতেই ... পারিতেছেন না, তথাপি ... নিরুৎসাহ হইতেছেন না; প্রত্যুত যত ভগ্নমনোরথ হইতেছেন ততই তাঁহাদিগের উৎসাহ; অধ্যবসায় ও দৃঢ়প্রতিজ্ঞতার বৃদ্ধি হইতেছে।

অপর বিস্ময়ের বিষয় এই, আমাদিগের দেশের লোকেরা অনুক্ষণ এই সকল দেখিতেছেন, তথাপি সুস্থির হইয়া আছেন। চালের মধ্যদেশ জ্বলিয়া উঠিয়াছে, তাঁহারা গৃহ মধ্যে রহিয়াছেন, তথাপি আত্ম রক্ষার চেষ্টা করিতেছেন না। শ্রীবৃদ্ধিকারিদল জন্ম ভূমির ও বন্ধু বান্ধবের মায়া পরিত্যাগ পূর্ব্বক কত দুস্তর নদনদী ও দুস্তর সাগর পার হইয়া এই দূর দেশে আগমন করিয়াছেন; শ্রীবৃদ্ধির নাম করিয়া আমাদিগের ও রাজপুরুষদিগের চক্ষে ধূলি দিয়া আমাদিগের ভূমি বিনা ব্যয়ে লইবার চেষ্টা পাইতেছেন; কণ্টক বিল বিধিবদ্ধ করিয়া আমাদিগকে দাসত্ব শৃঙ্খলে বদ্ধ করিবার চেষ্টায় আছেন; অবস্থা গবর্ণর জেনরলকে স্বাধীন করিয়া তদ্দ্বারা আপনাদিগের মনোরথ পূর্ণ করিয়া লইবার চেষ্টা পাইতেছেন; কিন্তু আমরা নিশ্চিন্ত ও নিস্তব্ধ ভাবে সুখ সচ্ছন্দে বসিয়া আছি; আমাদিগের যেন কোন বিঘ্ন উপস্থিত উপস্থিত নাই, এই ভাবিয়া সুখে আলস্য নিদ্রার সেবা করিতেছি। আমরা ... কতকাল আলোকহীন ঘুমাইয়া ও ডাকি... না দেখিয়া নির্জ্জীব পদার্থের ন্যায় কাল হরণ করিব? আমরা আর কত দিনে আপনাদিগের হিতসাধনে সমর্থ হইব? আমাদিগের অঙ্গ সকল কি নিস্তেজ, দুর্ব্বল ও চিরদীর্ঘ পক্ষ দ্বারা নির্ম্মিত হইয়াছে? ইহার কি কখন উক্ত শক্তি ও সতেজ হইবার সম্ভাবনা নাই? বিধাতা কি আমাদিগকে বুদ্ধি দেন নাই? আমরা কি ইংলণ্ডে আমাদিগের প্রতিনিধি পাঠাইয়া আবশ্যক আবেদন করিতে পারি না? এখনও আমাদিগের দেশের লোকেরা উদাসীন কেন, অতএব ইহার পর তাঁহাদিগকে এই কয়েকটি প্রশ্নের উত্তরের দায়ী হইতে হইবে।

আবকারির উন্নতি।

১৮৬১—৬২ অব্দের রিপোর্ট দ্বারা জানা যাইতেছে, বঙ্গদেশে আবকারির সম্বন্ধে পূর্ব্ব বৎসর অপেক্ষা ৬১৩৪৯১ টাকা গবর্ণমেণ্টের আয় বৃদ্ধি হইয়াছে। এই আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে গবর্ণমেণ্টের আনন্দের বৃদ্ধি হইয়াছে সন্দেহ নাই। কিন্তু যদি অনুধাবন করিয়া দেখা যায়, আমাদিগের সদৃশ প্রজাহিতৈষী দূরদর্শী গবর্ণমেণ্টের এবম্বিধ অনর্থকর আয় বৃদ্ধিতে আনন্দ প্রকাশ কোন ক্রমেই সঙ্গত বলিয়া প্রতীয়মান হইবে না। মাদক দ্রব্য সেবনের ফল অপকারজনক ভিন্ন অন্য কিছু নাই। বিশেষতঃ ইহা এদেশীয়দিগের সর্ব্বতোভাবে অমঙ্গলজনক। এদেশ উষ্ণ প্রধান এখানে উক্ত দ্রব্য সেবন কোন ক্রমেই পথ্য নয়; উক্ত দ্রব্য সেবন করিলে কেবল যে শরীর ব্যাধিমন্দির হইয়া উঠে এরূপ নহে, বল, বীর্য্য, বুদ্ধি প্রভৃতিরও ক্রমে হ্রাস হইতে থাকে। সচরাচর আমরা দেখিতে পাইতেছি, অত্যধিক মাদক দ্রব্যসেবী দীর্ঘজীবী হয় না। এদেশের যাঁহারা মাদক দ্রব্য সেবন করিতে আরম্ভ করেন, তাঁহারা প্রায়ই অল্প পরিমাণে সেবন করিয়া ... তাঁহারা উহাকে নিতান্ত আ... পড়েন। এরূপ আসক্তি জন্মিবার কারণ আছে। এক, উহা ... আবশ্যক ও শরীর রক্ষা বিষয়ে উপকারী নহে। যাঁহারা উহার সেবা করেন, ... তাঁহারা আমোদের নিমিত্তই করিয়া থাকেন, সুতরাং তাঁহাদিগের উহার বিষয়ে ... সেবন সম্ভাবিত নয়। নিরবধি বিলাস ... অকাল পদবী প্রাপ্ত হন। ... ক্রমে উহার আমোদজনকী শক্তি ... হইয়া যায় এবং দিন দিন উহার ... বৃদ্ধি হইয়া থাকে। দ্বিতীয়, ... মাদক দ্রব্যসেবিদিগের আধি... মার্গ। তাহাদিগের কোন কার্য্য ... তাহারা কেবল মাদক দ্রব্য ... জীবন্মৃত হইয়া অচৈতন্যাবস্থ... ন করে। এই নিমিত্তই তাহা... মাদক সেবন আবশ্যক হইয়া ... যাঁহারা এক বার মাদক সেবন আরম্ভ করিলে তাহাতে নিতান্ত আসক্ত হইয়া পড়েন বলিলেই এদেশের শাস্ত্রকারেরা ... স্পর্শ করা দূরে থাকুক আত্মাকল্যার্থ ... প্রধ করিয়া [illegible]।

... যে মাদক সেবনের এত অনর্থ কারিণী শক্তি আছে, আমাদিগের হিতৈষী গবর্ণমেণ্ট যে কি কারণে তদ্ব্যবহারে অনুমোদন করিয়া তদ্বিষয়ে উৎসাহ দান করিতেছেন, তাহা আমরা বুঝিতে পারিতেছি না। আমাদিগের গবর্ণমেণ্ট কি অসভ্য রাজগণের ন্যায় স্বার্থ বিষয়ে একান্ত অন্ধ তাই বা কিরূপে বলা যাইতে পারে। যাঁহাকে এবিষয়ে অনুৎসাহ দেওয়া হয়, তাঁহারা মধ্যে মধ্যে এরূপ ... করিয়া আবকারি সংক্রান্ত ... বাড়াইবার চেষ্টা পাইয়া থাকেন। ... এবিষয়ে বাধা দিতে ... না, এই আমরা আর একটী ... দেখিতেছি। কোন রাজকর্ম্মচারী ... নিমন্ত্রিত হই...

রা যদি কোন পৌত্তলিকের আলয়ে গমন করিয়া প্রতিমা দর্শন ও আহারাদি করেন পৌত্তলিকতার উৎসাহ দেওয়া হইতেছে বলিয়া তাঁহারা কুপিত হন। অতএব গবর্ণমেণ্ট হিন্দু দেবতা মুসলমান দেবতার বিবরের বন্দোবস্তের ভার গ্রহণ করিলে মিসনরিরা ক্ষোভ করেন, বলেন পৌত্তলিকতার উৎসাহ দেওয়া হইতেছে। কিন্তু তাঁহারা যদি অনুধাবন করিয়া দেখেন, দেখিতে পাইবেন, গবর্ণমেণ্ট মাদক দ্রব্য প্রস্তুত করিবার এবং তাহার বিক্রয় করিবার অনুমতি দিয়া ধর্ম, ধর্মনীতি, সমাজ ও রাজকৃত যাবতীয় নিয়ম লঙ্ঘন বিষয়ে

[illegible]াহ দিতেছেন। আজি শুনা [illegible] পানে মত্ত হইয়া অমুক রে- [illegible] অমুক দোতির বদন চুম্বন [illegible] অমুক অমুক [illegible] বলাৎকার করিয়াছে; অ- [illegible] প্রাণ সংহার করিয়াছে।

এই কাজ গুলি কি ঈশ্বরকৃত, রাজকৃত ও সমাজ কৃত নিষেধের বিরুদ্ধ নহে? আবকারির উৎসাহ দান দ্বারা কি এই সকল কার্য্যে উৎসাহ দান করা হইতেছে না? আবকারি উঠিয়া [illegible] এই সকল কুকর্ম্মের অনেক অংশে নিবারণ হয় না? উহা উঠাইয়া দিবার চেষ্টা কি ধর্ম্মপরায়ণ মিসনরিদিগের কর্ত্তব্য কর্ম্ম নহে?

গবর্ণমেণ্ট [illegible] মাসুল বৃদ্ধি করিয়া মাদক [illegible] লোকের অনুৎসাহ দিবার [illegible] চেষ্টা [illegible] তেছেন। তাহার সকল [illegible] আছে কি না [illegible] বাড়িতেছে। ঐ উপায়টি [illegible] অনুমোদিত নহে। উহা [illegible] ত্রের মাদক দ্রব্য [illegible] বন আছে বটে কিন্তু [illegible] হেতু অনেকের অধিকতর [illegible] সম্ভাবনা। তাহাদিগের [illegible] কাল নাই। আমাদিগের মতে এই [illegible] মেণ্ট

মাদক দ্রব্যের উৎপাদন ও তাহার মাসুল গ্রহণ উভয় পরিত্যাগ করেন এবং এই নিয়ম করিয়া দেন যে যদি কেহ গোপনে তাহা প্রস্তুত করে, সে দণ্ডনীয় হইবে। ভাঁটী উঠিয়া গেলে ও দোকান না থাকিলে মাদক সেবন সুতরাং পরিত্যাগ করিতে হইবে। গবর্ণমেণ্টের এবিষয়ে যে ক্ষতি হইবে, তাঁহারা যদি ব্যয় সংক্ষেপ দ্বারা তাহা পূরণ করিয়া লইতে পারেন, পরম মঙ্গলের বিষয়। যদি একান্ত তাহা না পারেন, বাণিজ্য দ্রব্যের উপরে মাসুল বৃদ্ধি করিয়া তাহা পূরণ করিয়া লউন। এদেশীয়েরা সাক্ষাৎ সম্বন্ধে করবৃদ্ধির সম্বাদ শুনিলেই অসন্তুষ্ট হন, কিন্তু অসাক্ষাৎ করক্লেশকে তাদৃশ ক্লেশ বলিয়া গণনা করেন না।

ইউরোপ হইতে সুরা প্রভৃতির যে আমদানী হয়, সে পর্য্যন্ত রহিত না করিলে আর এদেশে সম্পূর্ণ রূপে মাদক সেবন সম্পর্ক রহিত হইবার সম্ভাবনা নাই। গবর্ণমেণ্ট ততদূর পর্য্যন্ত করিয়া উঠিতে পারিবেন না; তাহা হইলে ইউরোপীয়দিগের কোপে পতিত হইতে হইবে। আমরাও সে অনুরোধ করি না, কিন্তু আমরা যে পরামর্শ দিলাম যদি তাহা অনুসৃত হয়, বাহুল্য পরিমাণে আমাদিগের অভিপ্রেত সিদ্ধ হইবে সন্দেহ নাই।

সমুদ্র-সমুত্থান।

সমুদ্র-সমুত্থান যে উন্নতির একটী প্রধান সাধন, গত বারে তাহা এক প্রকার প্রতিপন্ন করা হইয়াছে। পাঠকগণ যদি ইহার মূল যুক্তির অনুসরণ করিয়া অনুধাবন করিয়া দেখেন, ইহার উপযোগিতা সুস্পষ্ট রূপে হৃদয়ঙ্গম হইবে সন্দেহ নাই। সমাজের যত শ্রীবৃদ্ধি হয়, ততই মানুষের আকাঙ্ক্ষিত বিষয়ের অসঙ্গতির অনুভব এবং অপ্রাপ্ত বিষয়ের লাভে চেষ্টা ও প্রয়োজন বৃদ্ধি হইতে থাকে। [illegible]

কালে [illegible] উঠে [illegible] কেবল [illegible] সাধ্য কার্য্য [illegible] না। সুতরাং [illegible] ব্যক্তির সামবায়িক চেষ্টা [illegible] ক হয়। সেই সামবায়িক চেষ্টা [illegible] অর্থ সংগৃহীত না হইলেও তাহা [illegible] তা লাভের সম্ভাবনা থাকে না।

পাঁচ জনে একত্র হইয়া ধন সংগ্রহ পূর্ব্বক যদি রেল [illegible] প্রবৃত্ত না হইতেন, আমরা [illegible] আমেরিকা ও ভারতবর্ষকে [illegible] অবস্থায় দেখিতে পাইতাম? [illegible] রেলওয়েকে পৃথিবী যেন রূপান্তর ধারণ করিয়াছেন; সর্ব্বত্র সজীবতা লক্ষিত হইতেছে; সর্ব্বত্র সভ্যতা বৃদ্ধি হইতেছে; সর্ব্বত্র লোকে শ্রমশীল ও কার্য্যদক্ষ হইয়া উপার্জ্জনপটু হইতেছেন; সর্ব্বত্র বাণিজ্য কার্য্যের উন্নতি ও তন্মূলক কৃষ্যাদি [illegible] র্য্যের সবিশেষ শ্রীবৃদ্ধি হইতেছে। এ [illegible] কল কি সংগৃহীত বিশাল মূলধন ও [illegible] সবায়িক চেষ্টার ফল নহে? ইংলণ্ডীয়েরা বৃহৎ মূলধন বিনিয়োগ করিয়া ভারতবর্ষের অধিকাংশ স্থানে রেলওয়ে নির্ম্মাণ [illegible] তিষ্ঠা করিয়াছেন, বহু পরিমাণে তৎ [illegible] র্য্য সম্পন্ন হইয়াও আসিয়াছে। আমাদেশের দেশের লোকের এবিষয়ে অল্প [illegible] সম্পর্ক আছে। অল্প মাত্র লোকে [illegible] রেলওয়ের অংশ ক্রয় করিয়াছেন। [illegible] দিগের কি এখন এ সম্পর্কে যাইবার [illegible] উপায় নাই? ইহাঁরা এক এক সম্প্রদায় করিয়া মূলধন সংগ্রহ পূর্ব্বক শাখা [illegible] লওয়ের নির্ম্মাণ কার্য্যে প্রবৃত্ত হউন। [illegible] রেলওয়ের অনেক আবশ্যকতা আছে। [illegible] বিদেশীয় লোকেরা যে তৎসমুদায় সম্পন্ন করিয়া তুলিবেন, তাহার সম্ভাবনা নাই। রেলওয়ে কি লাভকর বাণিজ্য নহে? [illegible] গবর্ণমেণ্ট আমাদের মুখের মুখ চাহিয়া থাকা অপেক্ষা এতদ্বিষয়ে প্রবৃত্তি বিধ [illegible]

সহস্র [illegible] অপেক্ষাকৃত অধিক অর্থ লাভ হইবে এই মাত্র কেবল ইহার ফল এরূপ নয়. রেলওয়েদ্বারা যে যে উপকারের লাভের সম্ভাবনা আছে, যে যে গ্রামের নিকট দিয়া সেই সেই শাখা যাইবে, নিঃসংশয় সেই সেই গ্রামের সেই সেই উপকার লাভ হইবে। আমাদিগের দেশের লোকেরা এবম্বিধ মহোপকারক বিষয়ে প্রবৃত্তি বিধান না করিয়া অদ্যাপিও উদাসীন রহিয়াছেন কেন? সমুদ্র সম্ভূত বাণিজ্য শাস্ত্রের একটী প্রধান প্রতিপাদ্য বিষয়। এতদ্দ্বারা জনসমাজের অশেষবিধ কল্যাণ লাভ হইয়া থাকে।

আমাদিগের দেশের লোকেরা এখন পর্য্যন্ত এবম্বিধ মহোপকারক বিষয়ে উদাসীন ও অননুরক্ত রহিয়াছেন, অনেকে ইহার কারণানুসন্ধানে কৌতুকাবিষ্ট হইবেন সন্দেহ নাই। কেহ কেহ এই কারণ নির্দ্দেশ করেন যে ইহঁদিগের ধর্ম্মনীতি বিষয়ে দৃঢ়তা নাই, চরিত্রগত দোষ থাকাতে কেহ কাহাকে বিশ্বাস করেন না, বিশ্বস্ত লোক পাওয়াও দুষ্কর। কিন্তু এ কারণ আমাদিগের মনোনীত নহে। যদি কেহ কাহাকে বিশ্বাস না করিতেন, এক দিন ও ভারতবর্ষে কখন ব্যবসায় চলিত না। এদেশে একটী প্রসিদ্ধ কথাই আছে. ক্ষুদ্র ব্যবসায়িদিগের যিনি যা প্রতারণা করুন, মহাজনেরা কখন পয়সার চতুর্থাংশও প্রবঞ্চনা করিতেন না। বিশেষতঃ ইদানীন্তন কৃতবিদ্যদলের মধ্যে অনেক বিশ্বস্ত লোক পাওয়া যায়।

আমাদিগের অনুমোদিত কারণ এই, এতদ্দেশীয়েরা সাধারণমিলিতকর কার্য্যের [illegible] অবগত নহেন। উত্তমরূপ না জানাতেই তাঁহারা তৎকার্য্যে উদাসীন ও অবিশ্বাসের [illegible] হন। ইহার [illegible] যদি তাঁহাদিগের [illegible] হইত, তাঁহারা কখন [illegible] হইবেন না।

মোগলবংশ লোপ।

[illegible] শেষ।

আকবরের মৃত্যুর পর তাঁহার পুত্র সেলিম সিংহাসনে আরোহণ করিয়া জাহাঙ্গীর (অর্থাৎ ভুবন বিজয়ী) উপাধি গ্রহণ করিলেন। তিনি পিতার যোগ্য পুত্র হইতে পারেন নাই। রাজ্যের প্রারম্ভ কালে তিনি যে কয়েকটী প্রজা হিতকর কার্য্যে হস্তক্ষেপ করেন, তাহা তাঁহার ন্যায় সম্রাট দ্বারা সম্পাদিত হওয়া সম্ভাবিত নহে বলিলে অত্যুক্তি হয় না। কতিপয় বিরক্তিকর শুল্ক, গৃহস্থদিগের বাটীতে রাজপুরুষদিগের বলপূর্ব্বক বাস, মদিরাপান এবং নাসাকর্ণচ্ছেদনের দণ্ড এসমস্ত তিনি এককালে রহিত করিলেন। তিনি প্রজাদিগকে মদিরা পান করিতে নিষেধ করিয়াছিলেন বটে কিন্তু স্বয়ং অতিশয় সুরাসক্ত ছিলেন। গোপনে প্রধান প্রধান রাজপুরুষদিগের সহিত সুরা পান করিয়া আমোদ করিতেন। যদি কেহ সেই আমোদ ঘটিত কোন কথা প্রকাশ করিত, তাহা হইলে তিনি দণ্ডার্হ হইতেন। লোকে ইচ্ছামত রাজসাক্ষাৎকার লাভ করিয়া আপন দুঃখ প্রকাশ করিতে পারিবে এই উদ্দেশে তিনি নিজ আবাস গৃহে কতকগুলি স্বর্ণময় ঘণ্টায় এক শৃঙ্খল বন্ধন করিয়া শৃঙ্খলের অপর প্রান্ত প্রাসাদের বহির্ভাগে ঝুলাইয়া দিলেন। যাহার যখন প্রয়োজন উপস্থিত হইত, সে সেই শৃঙ্খল নাড়িয়া ঘণ্টাধ্বনি করিত, সম্রাট জানিতে পারিতেন যে কোন আবেদনকারী তাঁহার সাক্ষাৎকার লাভার্থ আসিয়াছে। তিনি স্বয়ং পিতার সহিত বিবাদ করিয়াছিলেন, খসরু নামে তাঁহার পুত্রও তাঁহার সহিত বিবাদ করিতে ত্রুটি করেন নাই। রাজ্যারম্ভের কিছু দিন পরে, তিনি নানা কৌশলে বিখ্যাত নুরজাহানের পাণিগ্রহণ করিলেন। নুরজাহান অতিশয় বুদ্ধিমতী ও গুণবতী ছিলেন। সম্রাটের সহিত বিবাহের পর তাঁহার নুরজাহান (ভুবনজ্যোতিঃ) এই উপাধি লাভ হয়। সম্রাটের উপরে তাঁহার বিলক্ষণ প্রভুত্ব ছিল। সম্রাটের নামের সহিত তাঁহার নাম মুদ্রায় মুদ্রিত হইল। অন্যান্য গুণের মধ্যে তাঁহার বিলক্ষণ পদ্য রচনা শক্তি ছিল। তাঁহার সহিত পরামর্শ না করিয়া [illegible] কার্য্য করিতেন না। তাঁহারই [illegible] জীরের অকালের [illegible] অনেক শান্তি হয়। তাঁহারই [illegible] হইয়া জাহাঙ্গীর এই নিয়ম [illegible] ও নিভৃত স্থান ব্যতিরেকে অন্য [illegible] অন্য স্থানে মদ্য পান করিবেন [illegible] তার সমৃদ্ধিবৃদ্ধি, দ্রব্য সংযোগ [illegible] দ্বারা সম্পাদিত হয়। তিনি [illegible] উৎকৃষ্ট পরিষ্কার পরিধানের [illegible] করেন। কেহ কেহ অনুমান করেন [illegible] তে. কেহ কেহ বলেন তাঁহার [illegible] ভারতবর্ষে গোলাপ আতরের [illegible]

জাহাঙ্গীরের রাজত্ব কালে [illegible] সবিশেষ অনুশীলন হইয়াছিল [illegible] রো কহেন, তিনি এক দিবস [illegible] কৌতুক স্বরূপ একখান ছবি ও [illegible] দিয়াছিলেন। অন্যান্য চিত্রকরের [illegible] ও বান কুল্য এবং [illegible] গুলি চিত্র ও সকল প্রস্তুত [illegible] শাসন কালে ভারতবর্ষে [illegible] হার আরম্ভ ও বিবিধ [illegible] রাজত্ব কালে পুনঃ পুনঃ যুদ্ধ [illegible] কিন্তু তাঁহার রণ-পাণ্ডিত্যের [illegible] পাওয়া যায় না। তাঁহার [illegible] তাঁহার অন্যতম পুত্র খুরম [illegible] গ্রামে জয় লাভ করাতে জাহাঙ্গীর [illegible] সাজাহান (ভুবনাধিপতি) [illegible] করেন। সাজাহানের আধি [illegible] বিদ্বেষ ছিল। [illegible] বাণিজ্য করিয়া সুখ আর। [illegible] সহিত যুদ্ধে পরাজিত হইয়া [illegible] লেন। এই ঘটনার [illegible] হাঙ্গীর লোকান্তর গমন করিলেন। তিনি প্রায় ২৩ বৎসর রাজত্ব করিয়াছিলেন।

৯। জাহাঙ্গীরের মৃত্যুর সঙ্গে সঙ্গে নুরজাহানের প্রভুত্ব তিরোহিত হইল। সাজাহান সিংহাসনে আসীন হইয়া তাঁহার বার্ষিক ২৫ [illegible] মাসিক বৃত্তি নির্দ্ধারিত করিয়া দিলেন। অতঃপর নুরজাহান [illegible] জীবিত ছিলেন। সাজাহানের সিংহাসনে আরূঢ় হইবার পূর্ব্বে তাঁহার দুই ভ্রাতার মৃত্যু হয়, জীবিত ভ্রাতা বিদ্রোহ

প্রবৃত্ত হওয়াতে তিনি তাঁহার প্রাণ সংহারের আজ্ঞা দিলেন। তাঁহার রাজ্যাভিষেকের প্রথম সাম্বৎসরিক দিবসে উৎসব কার্য্যে প্রায় সার্দ্ধ কোটি মুদ্রা বিসর্জ্জিত হয়। প্রায় ৩০ বৎসর রাজ্য শাসনের পর সাজাহান উৎকট রোগাক্রান্ত হইলেন। তাঁহার চারি পুত্র ছিল, আরঙজেব আপনার বুদ্ধিচাতুর্য্যে ও সাহস বলে পিতা ও তিন ভ্রাতা জীবিত থাকিতেও সিংহাসনে আরোহণ করিলেন। পিতাকে তাঁহার আবাসপুর্ণমধ্যে রুদ্ধ করিয়া রাখিলেন। বহুগুণশালী জ্যেষ্ঠ ভ্রাতাকে রণে পরাজয় করিলেন এবং কনিষ্ঠ ভ্রাতাকে [illegible] দ্বারা সংজ্ঞাবিহীন করিয়া নিগড় [illegible] : দ্বিতীয় ভ্রাতা বঙ্গদেশে [illegible]।

সাজাহান রাজ্যচ্যুত হইয়া সাত বৎসর জীবিত ছিলেন। তাবৎকাল আরঙজেব তাঁহার প্রতি ভক্তি ও সমাদর প্রদর্শনে ত্রুটি করেন নাই। তাঁহার রাজ্যশাসনকালে ভারতভূমি যাদৃশ সৌভাগ্যশালিনী হইয়াছিল, না কোন মুসলমান সম্রাটের সময়ে তাদৃশ সমৃদ্ধিশালিনী হয় নাই। তিনি ভিন্ন২ রাজার সহিত কয়েকবার সংগ্রামে লিপ্ত হইয়াছিলেন কিন্তু তাঁহার নিজ রাজ্যে প্রায় কখন শান্তি রক্ষার ব্যাঘাত হয় নাই। তিনি ব্যসনাসক্ত ছিলেন বটে, কিন্তু শিষ্টপালনে ও দুষ্টদমনে অনবহিত ছিলেন না। তিনি কাহাকেও কখন প্রজার নিপীড়ন করেন নাই। সাজাহানের ন্যায় সমৃদ্ধিসম্পন্ন সম্রাট ভারতবর্ষে দৃষ্ট [illegible]। সুপ্রসিদ্ধ ময়ূরাসন দ্বারা তাঁহার সমৃদ্ধির বিলক্ষণ পরিচয় হইতেছে। উক্ত ময়ূরাসন বহুমূল্য হীরক মণি মুক্তাদি দ্বারা নির্ম্মিত হয়। নির্ম্মাণের ব্যয় ১৫ লক্ষ টাকা। [illegible] তিনি হর্ম্ম্যাদি নির্ম্মাণে প্রচুর অর্থ [illegible]। তিনি দিল্লীতে একটী নূতন নগর নির্ম্মাণ করিয়াছিলেন। প্রাচীন নগর অপেক্ষা তাঁহার রাজপ্রাসাদ মসিদ ও রাজপথাদি [illegible] উৎকৃষ্ট। মমতাজমহলনাম্নী তাঁহার প্রেয়সী মহিষীর সমাধির জন্য আগ্রানগরে এক অনুপম প্রাসাদ নির্ম্মিত হয়। লোকে তাহাকে "তাজমহল" [illegible] থাকে। "তাজমহল"-র অপেক্ষা [illegible] কি ইউরোপ কি আসিয়া [illegible] মুরোপি [illegible] হয় না। সাজাহান রাজপ্রাসাদের শোভা বৃদ্ধির নিমিত্ত অনেক অর্থ ব্যয় করিয়াছিলেন। তিনি যখন রাজ্যচ্যুত হন, [illegible] বলেন তাঁহার ধনাগারে ষাটিলক্ষ, কেহ২ বলেন তাহার চতুর্গুণ নগদ টাকা ছিল। তদ্ভিন্ন মণি, মুক্তা, অলঙ্কার প্রভৃতি অসংখ্য বহুমূল্য দ্রব্য রাজকোষে সংগৃহীত হইয়াছিল। সাজাহানের অধিকতর প্রশংসার বিষয় এই যে তিনি এত অর্থ সংগ্রহ করিয়া যান, কিন্তু কেহ তাঁহার উপরে প্রজাপীড়নের দোষারোপ করেন নাই; তিনি নূতন বিধ করেরও সৃষ্টি করেন নাই। কেবল নিয়মিত রাজস্ব হইতে এই অর্থ সঞ্চিত হয়। এইরূপ রাজা ও রাজ্যই প্রার্থনীয় সন্দেহ নাই।

আরঙজেব সিংহাসনে আরূঢ় হইয়া ছলে ও কৌশলে ভ্রাতৃত্রয়ের জীবন নাশ করিলেন। মহারাষ্ট্রীয় ও রজঃপুতদিগের সহিত যুদ্ধে তাঁহার বহুকাল অতিবাহিত হয়। মুসলমানেরা তাঁহাকে মহান্ আকবর অপেক্ষাও শ্রেষ্ঠ বলিয়া জ্ঞান করেন। তিনি শিল্প কার্য্যের ও বিদ্যাবিষয়ের উৎসাহ দাতা ছিলেন। তাঁহার অধিকার কালে অনেক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিচার কার্য্যে তাঁহার পক্ষপাত ছিল না। প্রত্যহ প্রত্যূষে গাত্রোত্থান করিয়া তিনি প্রায় চারিদণ্ড বেলার মধ্যে সভামণ্ডপে আসীন হইতেন। তথায় সকল প্রজাই যাইতে পারিত। তিনি সকলেরই অভিযোগ শ্রবণ করিতেন। কোন দরিদ্র ব্যক্তি বিচারার্থী হইয়া সভায় আসিয়া যতক্ষণ আবদ্ধ থাকিত, ততক্ষণ কর্ম্ম করিলে সে যাহা উপার্জ্জন করিতে পারিত সম্রাট তাহাকে তদুপযুক্ত অর্থ দিয়া বিদায় করিতেন। তিনি বিলক্ষণ দাতা ছিলেন। তিনি যেরূপ অধ্যবসায়শীল তীক্ষ্ণবুদ্ধি কার্য্যদক্ষ ধৈর্য্যশালী সাহসী প্রত্যুৎপন্নমতি ভক্তিমান্ ও পরিশ্রমী ছিলেন, সেইরূপ যদি তাঁহার সদাশয় উদার ও প্রশস্তমনা হইতেন, তাহা হইলে যথার্থই তিনি একজন প্রশংসনীয় সম্রাট হইতেন সন্দেহ নাই। কিন্তু লোকের বিষয়এই, তাঁহার কয়েকটি বিশেষ দোষ ছিল। তিনি ধূর্ত্ত ও কপটস্বভাব ছিলেন। তাঁহার আধর্ম্মিক সাম্রাজ্যিক দুর্ব্বলতা [illegible] তিনি [illegible] সুখ সম্পাদনে অসমর্থ হইয়াছিলেন। একপ [illegible] যে, মোগল রাজ্য তিনিই হইবার সুত্রপাত করিয়া যান। তিনি অত্যন্ত গোঁড়া মুসলমান ছিলেন। হিন্দুদিগের প্রতি তাঁহার অতিশয় বিদ্বেষ ছিল। অন্যান্য সম্রাটের ন্যায় তিনি তাঁহাদিগকে সম্ভ্রম ও উচ্চপদ দেন নাই। আকবর তাঁহাদিগের নিকট হইতে যে কর-গ্রহণ রহিত করিয়া যান, তিনি পুনরায় গ্রহণ করিতে আরম্ভ করেন। তিনি আমদানি [illegible] রপ্তানি দ্রব্যাদির উপরও মুসলমানদিগের অপেক্ষা হিন্দুদিগের নিকট হইতে অধিক শুল্ক গ্রহণের আদেশ দেন। হিন্দুদিগের পৌত্তলিক উপাসনা কালে বাদ্য আড়ম্বরের নিষেধ করিলেন। এই সমস্ত কারণে রজঃপুত ও [illegible] হারাষ্ট্রীয়েরা তাঁহার প্রতি অতিশয় বিরক্ত হইয়া তাঁহার বিরুদ্ধে অস্ত্রধারণ করিলেন। তিনি কাহাকেও বিশ্বাস করিতেন না। [illegible] কেহ তাঁহার সেনাপতিগণ তাঁহার প্রতি বিরক্ত হইয়া যথাবিধি আপন আপন কর্ত্তব্য কর্ম্ম নিষ্পাদন করিতেন না। এই দোষেই তিনি কাহারও প্রীতিভাজন হন নাই। প্রতারণা তাঁহার আভরণ ছিল। সাহসী হইয়া একপ [illegible] নীচপ্রবৃত্তির বশবর্ত্তী হইতে প্রায় কাহাকে দেখিতে পাওয়া যায় না। তাঁহার রাজত্ব কালের শেষাবস্থায় তাঁহার অর্থের একপ অনটন হইয়াছিল যে তিনি রীতিমত সেনাদিগের বেতন দানে অসমর্থ হইয়াছিলেন। সাজাহানকে যে রূপে তিনি রাজ্যচ্যুত করেন পাছে তাঁহার পুত্রেরাও তাঁহাকে সেইরূপ দুরবস্থাপন্ন করে এই আশঙ্কা তাঁহার হৃদয়ে সদা জাগরূক ছিল। এই প্রকার বস্তুগাকে লোকে "পাপের ফল" কহে। যাহা হউক এইরূপে ৫০ বৎসর রাজত্বের পর তিনি দেহ পরিত্যাগ করিলেন। তিনি আলমগীর উপাধি গ্রহণ করিয়াছিলেন। এই সমস্ত কারণ জন্য বোধ হয় মুসলমানেরা তাঁহাকে আকবর অপেক্ষা শ্রেষ্ঠ জ্ঞান করে।

পুস্তকপ্রাপ্তি।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি [illegible] লিখিত দুই খানি নূতন পুস্তক [illegible] আমাদিগের হস্তগত হইয়াছে।

১। শিবুলিয়া নিবাসী শ্রীযুক্ত বাবু যো-গেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কৃত বাঙ্গলা বক্তৃ-তা। গত ১১ই ডিসেম্বর যে বেথুন সমাজ হয়, [illegible]যুক্ত বাবু কিশোরীচাঁদ মিত্র তাহাতে এ[illegible]শীয় স্ত্রীশিক্ষা বটিত একটী প্রস্তাব পাঠ [illegible]রেন, তৎপ্রসঙ্গে অনেক বক্তৃতা হয়. এ [illegible]ক্তৃতাটী তাহার অন্যতর। যোগেন্দ্র বাবু [illegible]রোচিত ও সুন্দর বক্তৃতা করিয়াছেন। [illegible] বিবিধ উত্তেজনাবাক্যে এতদ্বিষয়ে [illegible]দেশীয়দিগের উৎসাহ বর্দ্ধন চেষ্টা পাইয়া-[illegible]ন কিন্তু বহুকালের অনুৎসাহ দ্বারা ইহাদি[illegible]র হৃদয় এমনি শীতল হইয়া গিয়াছে যে [illegible] উত্তেজনা বাক্যে উক্ত হইবার সম্ভাবনা [illegible]।

২। ঢাকা পোগস বিদ্যালয়ের পণ্ডিত [illegible]যুক্ত মাধবচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত ভারত [illegible]ন্ধ। হিন্দু মুসলমান ও ইংরাজদিগের [illegible]সন কালে ভারতবর্ষের যেরূপ অবস্থা ছিল [illegible] হইয়াছে, ইহাতে তাহার বর্ণন করা হই-[illegible]ছে। এপ্রবন্ধটীও ঢাকার শাখা বেথুন স[illegible]জে পঠিত হয়। প্রবন্ধ রচয়িতা সংক্ষেপে [illegible]লবকাশে হিন্দু, মুসলমান ও ইংরাজদিগের [illegible]ধিকার কালের তারতম্য করিয়া বৈলক্ষণ্য [illegible]র্ণন করিয়াছেন। রচনাটীও সরল হই[illegible]ছে।

বিবিধ সংবাদ।

১৫ই পৌষ সোমবার।

[illegible]হিন্দুপেট্রিয়ট বলেন, চিহ্নিত আসিষ্টান্ট [illegible]জনেরা আপনাদিগের বেতন বৃদ্ধির নিমি-[illegible] গবর্ণমেণ্টে পুনরায় আবেদন করিয়াছেন।

উক্ত সম্পাদক আরো বলেন, গবর্ণমেণ্ট [illegible]র পশ্চিমাঞ্চলের খাল বন্ধ করাতে তথায় [illegible]ষিকার্য্যের অত্যন্ত অসুবিধা ঘটিয়াছে। [illegible]গ্রীষ্মকালে তত্রত্য লোকদিগের অতিশয় জল[illegible] হয়। তথায় রেলওয়ে হওয়াতে গবর্ণমে-[illegible]টের খাল গুলের প্রতি আর পূর্ব্ববৎ যত্ন [illegible] হইতেছে না। কেবল এক রেলওয়ের উপ[illegible]রে কৃষিকার্য্যে উপেক্ষা করিলে চলিবে [illegible] কৃষিই লোকের উপজীবন বৃত্তি।

[illegible] হিন্দুস্থানী বলেন, অযোধ্যার [illegible]ধান কমিসনর [illegible] সাহেব তত্রত্য লেপ্টেনেন্ট গবর্ণরের পদ প্রাপ্ত হইবেন। তি-নি ঐ পদে নিযুক্ত হইলে তত্রত্য লোকদি-গের আহ্লাদের পরিসীমা থাকিবে না। উপ-যুক্ত লোক উপযুক্ত পদ পাইলেই ভাল হয়।

মিরাটএডভেটাইজার বলেন, পাতিয়ালার রাজপু-ত্র যতদিন প্রাপ্তবয়স্ক না হইবেন তত দিন গবর্ণমেণ্ট হইতে নিযুক্ত এক জন ইউরোপী-য়ের হস্তে তাঁহার সমস্ত বিষয়ের তত্ত্বাবধান ভার সমর্পিত থাকিবে। সেই নিয়োগটী যেন তাঁহার ধনক্ষয়ের আর একটি দ্বারস্বরূপ না হয়।

লক্ষ্ণৌ প্রদেশের অন্তঃপাতী যোধপুরের এক জন সম্ভ্রান্ত তালুকদারের পরলোক প্রা-প্তি হইলে তাঁহার স্ত্রী সহগমনের উদ্যোগ ক-রেন। পুলিস কর্ম্মচারীরা তাঁহাকে কৃতকার্য্য হইতে দেন নাই।

সোলাপুর হইতে হায়দরাবাদ পর্য্যন্ত নূতন রেলওয়ে হইবার নিমিত্ত ভূমি জরীপ করা হইয়াছে।

গত শনিবার শ্রী এচ লসিংটন সাহেব বিলাত হইতে প্রত্যাগমন পূর্ব্বক তাঁহার নিজ কার্য্যভার গ্রহণ করিয়াছেন। ইডেন সাহেবও তাঁহার পূর্ব্বকর্ম্মে গিয়াছেন।

হরকরা সম্পাদক বলেন, মফস্বলের এক জন অচিহ্নিত সদর আমীন আপন কর্ম্ম যথা বিধি সম্পাদন করিয়া পেন্সন লইয়া ছিলেন, পেন্সনের টাকায় তাঁহার পরিবার ভরণ পো-ষণ না হওয়ায় গবর্ণমেণ্টে আবেদন করেন। গবর্ণর তাঁহাকে অন্য এক মফস্বল কোর্টের উ-কীলের পদ প্রদান করিয়াছেন। এই সুযোগ পাইয়া অপর পেন্সনধারীরা গবর্ণমেণ্টে আবে-দন করিতেছেন। এই ত রোগ।

শুনা যাইতেছে এতদ্দেশীয় সম্ভ্রান্ত ব্যক্তিরা বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়কে মুক্ত করিবার উদ্দেশে লেপ্টেনেন্ট গবর্ণরের নিকট আবেদন করিবার চেষ্টায় আছেন। এখন চেষ্টা সফল হইবারও সম্ভাবনা আছে।

হিন্দুপেট্রিয়ট বলেন, এক জন গবর্ণমেণ্ট কর্ম্মচারী এই প্রস্তাব করিয়াছেন, [illegible] লাতে [illegible] না হইয়া বাগ্‌ বাজারের ঘোর ঘাটে হয়, নিমতলা পর্য্যন্ত বন্দর হইলে[illegible] হইলে [illegible] লোকেরা অত্যন্ত অসু-বিধা [illegible]।

উক্ত সম্পাদক আরো বলেন [illegible] র ভূতপূর্ব্ব জজ বাবু কাশীশ্বর [illegible] বাবু নবীনকৃষ্ণ পালিত নিযুক্ত [illegible] নীলকর মহাশয়েরা ইহার প্রতিও [illegible] ন। গবর্ণমেণ্টের উচিত ছিল তথায় এক [illegible] নীলকরদিগের স্বজনকে পাঠাইয়া দেন।

ঢাকা প্রকাশের দ্বারা সংবাদ [illegible] ন; তত্রত্য কতকগুলি [illegible] রোগবারা গোহত্যা করিতে আরম্ভ [illegible] ছে, এক জন ধৃত হইয়াছে, অনুসন্ধান [illegible] লে অন্যান্য পাপীরাও ধৃত হইবে [illegible] গবর্ণমেণ্টের এ বিষয়ে বিশেষ [illegible] য়া হত্যাকারিদিগের [illegible] কর্ত্তব্য। আমরা মধ্যে [illegible] শ্রবণ করিয়া থাকি। এ [illegible] ফল নয় ত?

৯৫ ১৬ই পৌষ মঙ্গলবার।

সাগরপ্রদেশে দিনদিন ডাকাইতির অতিশয় প্রাদুর্ভাব হইতেছে। ডাকাইতেরা দুর্গাদের জঙ্গলমধ্যে অবস্থিতি করে। মধ্যে মধ্যে ব-হির্গত হইয়া পথিকদিগের যথাসর্ব্বস্ব অপ-হরণ পূর্ব্বক বনমধ্যে প্রবিষ্ট হয়। [illegible] কের বিদ্রোহিপ্রধান দেবীসিংহ [illegible] গের অধ্যক্ষ। পুলিস কর্ম্মচারীরা [illegible] গকে ধৃত করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়া-ছেন কিন্তু কৃতকার্য্য হইতে পারিতেছেন না।

পুনা অবজারবর বলেন, সোলাপুর, বেলগাঁ ও ধারওয়ারে বোম্বাই ব্যাঙ্কের শাখা সং-স্থাপিত হইবার কল্পনা আছে।

পরিদর্শকে দৃষ্ট হইল, কলিকাতা ও অন্যা-ন্য স্থানের নদীতে রাত্রিকালে যে সকল জা-হাজ ও নৌকা থাকিবে বা গমনাগমন করি-বে তাহারা [illegible] আলো না দিলে নাবিকদিগের এক এক শত টাকা জরিমানা হইবে।

উক্ত [illegible] আরও বলেন, যে শ্রীযুক্ত অ-[illegible] পাকস্থানী পিতার মৃত্যুদিন অ-[illegible] দিন পাদুকা পরিত্যাগ, উত্তরীয় [illegible] কম্বলে শয়ন ও হবিষ্যান্ন ভোজন, [illegible] হিন্দুদিগের চিরপ্রচলিত প্রথানুসারে [illegible] একাদশ দিবসে শ্রীযুক্ত বাবু দেবেন্দ্রনা-[illegible]

কতি ক্রমে আদ্য শ্রাদ্ধ সম্পন্ন করিয়াছেন। অদ্ভুত ব্যাপার! কৃতবিদ্য যুবকদিগের কার্য্য কি উপক্রম ও উপসংহারে একরূপ হইবার নহে?

কলিকাতা মেডিকাল কালেজের প্রিন্সি- [illegible] ইংলিসম্যানে এক [illegible] প্রচার করিয়াছেন। [illegible] হইতে [illegible] হইয়াছে যে উক্ত কালেজের [illegible] দেশের ছাত্রেরা কোন কোন [illegible] মন্ত্রণায় বিমোহিত হইয়া [illegible] করিয়াছেন। কালেজের [illegible] দলের প্রতি অসদ্ব্যবহার [illegible] আমাদিগের বড় ক্ষোভ হইতেছে। পৃথিবীর সকল লোক চীবর্স সাহেবের ন্যায় সরলস্বভাব নহেন, এ কথায় তাঁহারা বিশ্বাস করিবেন না। ঐ পত্র খানি পাঠ করিয়াই তাঁহাদিগের মনে এই দুটি প্রশ্ন উদয় হইবে যে বিনা কারণে কি কেহ কাহাকে কুমন্ত্রণা দেয়? আর মেডিকাল কালেজের ছাত্রেরা কি দুগ্ধপোষ্য বালক যে তাহারা পরের কুমন্ত্রণায় ভুলিয়া আপনাদিগের ভাবি শুভ লাভের আশা পরিত্যাগ করিবেন?

১৭ই পৌষ বুধবার।

আমরা এবারের বাঙ্গালি পত্র পাঠ করিয়া অতিশয় আনন্দিত হইলাম [illegible] বলেন, স্বদেশহিতৈষী প্রসিদ্ধ [illegible] কালীপ্রসন্ন সিংহ ঐ পত্রের [illegible] স্বতন্ত্র মুদ্রাযন্ত্রের সংযোগ [illegible] জানুয়ারি মাস হইতে ঐ [illegible] হইবে। কালীপ্রসন্ন বাবুর মূল্য সং [illegible] [illegible] আতা কোম অতি অল্প দেখিতে [illegible] যায়।

[illegible] চীনদেশ হইতে সম্বাদ আসিয়াছে, সম্রাটের পক্ষে ক্রমে সুবিধা হইতেছে। বিদ্রোহীরা নানকিঙ্গের নিকট হইতে প্রস্থান করিয়াছে। সৈন্যসকল মাঙ্কিন অবরোধ করিবার উদ্দেশে একত্র হইতেছে। মৃত সম্রাটের অস্থি তাঁহার উদ্দিষ্ট সমাধিস্থানে নীত হইয়াছে। সম্রাটের সেনাগণ বিদ্রোহিদিগের হস্ত হইতে নিঙপো গ্রহণ করিয়াছে।

আমরা বড় আনন্দিত হইলাম, অনেক দিনের পর আজি ? তাঁর সমাচার ভারতবর্ষীয়

১৮ই পৌষ বৃহস্পতিবার।

বাঙ্গালোর হেরাল্ড বলেন, উক্ত স্থানে একণে ১,২৩,৫৩৩ ব্যক্তির বসতি আছে। ইহার মধ্যে ৮৮৩৩ জন ইউরোপীয়, ১১৮৩ ফিরিঙ্গি, ৮৬,৫৫৪ হিন্দু ও ৩৪,১৫৩ মুসলমান। তথায় দুইখানি ইংরাজী সংবাদপত্র প্রকাশিত হয়। শাখা রেইলওয়ে হইলে ঐ নগরের আরও শ্রীবৃদ্ধি হইবে।

জাপান হইতে যে কয়েক জন দূত ইউরোপে যান তাঁহারা হলাণ্ডের গবর্ণমেণ্টকে বলেন জাপান হইতে ২০ জন যুবক তথায় বিদ্যা শিক্ষা করিতে যাইবেন, রাজা তাঁহাদিগের ব্যয় দিবেন। তাঁহারা কৃতবিদ্য হইয়া স্বদেশীয় গবর্ণমেণ্টের বিদেশসংক্রান্ত কার্য্যে নিযুক্ত হইবেন। ফরাসী সম্রাট এদেশ হইতে যুবকদিগকে নিজব্যয়ে ফ্রান্সে বিদ্যা শিক্ষা করাইতে লইয়া যাইতেছেন। জাপানের রাজাও এবিষয়ে বুদ্ধিমত্তা প্রকাশ করিলেন। ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট কেন ইঁহাদিগের দৃষ্টান্তের অনুসরণ করিয়া এদেশীয়দিগের ইংলণ্ড গমনের পথ মুক্ত করিয়া দিতেছেন [illegible]

[illegible] ক্রণিকেল বলেন, সম্প্রতি রাউন্দ [illegible] পঙ্গপাল আসিয়া অনেক শস্য বিনষ্ট করিয়াছে।

[illegible] নিউস বলেন, আসাম, কাছাড় প্রভৃতি [illegible] উত্তম রবর জন্মিতে পারে কিন্তু [illegible] এই অঞ্চল অদ্যাপিও অবিদিত [illegible] অপরীক্ষিত আছে। মণিপুরের রেসিডেণ্ট ডাক্তর ডিজিয়ন বলেন, তথায় বিস্তর প্রশস্ত ও উর্ব্বর উপত্যকা আছে। মণিপুরের রাজা কয়েক জনকে কৃষিবিদ্যা শিক্ষার্থ ঐ দেশে প্রেরণ করিতে ইচ্ছুক হইয়াছেন। তথায় অনেক বুনো চা গাছ আছে, রবরও বিস্তর জন্মে। তুতবৃক্ষ মণিপুরে যে প্রকার হয় তদপেক্ষা বঙ্গদেশের কোন স্থানে অধিক হয় না। চেষ্টা করিলে অধিক চা রবর ও রেসম মা[illegible]তে আসিতে পারে।

প্রশান্ত ও আটলান্টিক সাগরে টেলিগ্রাফ হইয়াছে। প্রশান্তমহাসাগর কোম্পানি মিস্রী নদী পর্য্যন্ত তার স্থাপিত করিয়াছেন। রুশীয় সম্রাটের গবর্ণমেণ্ট "অমুরাজ" উপত্যকা [illegible] হইতে এক তার সাইবিরিয়া পর্য্যন্ত আ[illegible] তেছেন। তাহা হইলে এক বৎসরের [illegible] ৭০০০ ক্রোশ টেলিগ্রাফ হইবে। রুশীয় গ[illegible] পক্ষেও নিজে ২০০০ ক্রোশ পর্য্যন্ত টেলিগ্রা[illegible] করিয়াছেন।

মফস্বলাইটের এক জন পত্র প্রেরক বলে[illegible] রুড়কির নীচে গঙ্গার খালের বাঁধ ভাঙ্গিয়া [illegible] রিদিগে নিযুক্ত হওয়াতে নিকটস্থ খ[illegible] ক্ষেত্রের মহতী ক্ষতি হইতেছে।

১৮৬০ অব্দে সিংহলদ্বীপে বিংশতি ল[illegible] লোকের সংখ্যা করা হইয়াছে। ইহাদিগে[illegible] মধ্যে ৫৮৭৮০ জন ভারতবর্ষীয় মজুর। তথ[illegible] ১০৩ টি গবর্ণমেণ্ট বিদ্যালয় ৫,৮৭৭ জন ছা[illegible] এবং ১৩৭৭ টি আত্মবলম্ব প্রাপ্ত বিদ্যা[illegible] আছে। বঙ্গদেশে চারি কোটি লোকের বস[illegible] তথাপি এদেশে গবর্ণমেণ্টের এত বিদ্যা[illegible] নাই।

দিল্লীগেজেটের কাবুলস্থ সংবাদ দা[illegible] বলেন, আমীর দোস্তমহম্মদ খাঁ হেরাটের [illegible] চতুর্দ্দিক বিশেষতঃ পাঁচটি দ্বার একণে রুদ্ধ [illegible] করিয়া শিবির স্থাপন করিয়াছেন যে নগর হই[illegible] তে কেহ নির্ব্বিঘ্নে বহির্গত হইতে পারিতে[illegible] না, নগরের মধ্যে বিলক্ষণ খাদ্য কষ্ট হইয়াছে[illegible] তথাপি সুলতানজান আত্মসমর্পণ করিতে[illegible] ইচ্ছুক নহেন।

সবজোয়ারের হাকিম বিদ্রোহী হওয়াতে [illegible] বোখারার রাজা উক্ত প্রদেশের যাবতী[illegible] লোকের প্রাণ বিনষ্ট করিবার ঘো[illegible] করেন। হাকিম কয়েক জন লোককে প্রতিনি[illegible] করিয়া রাজার ক্ষমা প্রার্থনা করিতে প্রে[illegible] করাতে ভূপতি আপনার আজ্ঞা রহিত [illegible] হাকিমকে এক খেলাত পারিতোষিক দি[illegible] ছেন! সিরাজ উদ্দৌলা ফিরিয়া আসিয়াছে[illegible] না কি?

৬২ [illegible]

[illegible]

[illegible] [illegible] [illegible]। ([illegible]
উঁহারা বজপ্রসাদে আসিয়াছে। উক্ত জাহাজ
র কাপ্তেন বর্ম জেন্দে এক খানি ইংরাজী
পুস্তক মুদ্রিত করেন। এই জাহাজ ছাড়িয়া
যাবার নিকটে কাপ্তেন বলিয়াছেন কলিকাতায়
র বিভাগে যত জাহাজ আছে সে সম-
য় তিনি দর্শ করিবেন; এ তাঁহার দুর্ঘটনা
সন্দেহ নাই।

ইংলণ্ডে জনরব উঠিয়াছে সর হিউ রোজ
শীঘ্র ভারতবর্ষীয় প্রধান সেনাপতির
গ করিতে হইবে। আরও জনশ্রুতি এই,
লণ্ডীয় যুদ্ধসংক্রান্ত প্রধানতম কর্মচারী
র্জ লুইস পদত্যাগ করিতেছেন, সর [illegible]-
ন উক্ত তাঁহার কর্ম্ম ও লার্ড প্রাণবিল
র চারলস উডের কর্মে নিযুক্ত হইবেন।
বে কি ইংলণ্ডীয় লোক লেকসাহেব ও কয়েক
ন স্বার্থপর ইউরোপীয় নীলকরের কথায়
মোহিত হইয়াছেন?

সম্প্রতি সর হিউ রোজ ইরেগুলর অশ্বা-
রোহি দলের কয়েক জন আফিসরকে দণ্ড দি
য়াছেন। তাঁহারা সেনাদলের বণিকদিগের
সংকটে কর্জ করিয়াছিলেন।

হরকরা বলেন, জেসন নামক একখানি
জাহাজ মাদ্রাজের দুইক্রোশ উত্তরে সমুদ্রে
মগ্ন হইয়াছে। অধিকাংশ দ্রব্য এবং নাবিক ও
আরোহী রক্ষা পাইয়াছেন।

১৮এ পৌষ শুক্রবার।

গবর্ণমেণ্ট ইঞ্জিনিয়র উইলসন সাহেবকে
[illegible]লদহ হইতে গঙ্গা পর্যন্ত রেইলওয়ে
[illegible]বার আজ্ঞা দিয়াছেন। পরিমিটে মাল
আমদানি করা ইহার উদ্দেশ্য। এরূপ অন-
[illegible]তি শিয়ালদহ হইতে গঙ্গা পর্যন্ত রেইলও-
[illegible] হইবে। তাহা হইলে কলিকাতার অনেক
[illegible] হইয়া পড়িবে সন্দেহ নাই।

ইংলিসম্যান বলেন, আসামের অন্তর্গত
[illegible] টৈসা [illegible] অধিবাসীরা [illegible]
[illegible] অধীনতা স্বীকার করিতেছে। [illegible]
[illegible] গ্রামের সর্দারেরা সেনাপতির [illegible]
[illegible] সন্ধি প্রার্থনা করিয়াছেন।

উত্তর পশ্চিমাঞ্চলের [illegible] সংক্রান্ত
[illegible]খানি পত্র গেজেটে প্রকাশিত হইয়াছে।
[illegible] জানা গেল বিরাট ব্যতিরিক্ত অন্য
অন্য স্থানে [illegible] তুলা জন্মিয়াছে। [illegible]
[illegible] হইতে কলিকাতায়
১,৫৬,৫০০ মণ তুলা আসিয়াছে। এক রেই-
লওয়ে ট্রেনে [illegible] ও এক সপ্তাহের মধ্যে
২৫,০০০ মণ তুলা আনা হইয়াছে। কৃষকেরা
ক্রমশঃ অধিক তুলা উৎপাদন করিতেছে।
ভারতবর্ষ শীঘ্র আমেরিকাবিরহ ক্ষোভ নিবা
রণ করিবেন এরূপ বোধ হইতেছে। কণ্ট্রাক্ট
বিল বিধিবদ্ধ করিয়া কৃষকদিগকে দাস করি-
বার চেষ্টা যদি না হয় নিঃসংশয় ইষ্টসিদ্ধি
হইবে।

হোম নিউসে দৃষ্ট হইল, লার্ড পামরষ্টন
লেক সাহেবকে কোন উপনিবেশের শাসন
কর্তা করিয়া প্রেরণ করিবেন। একটি উপ
নিবেশ তাঁহার নিজস্ব করিয়া না দিলে কিছু
উৎপাতের শান্তি হইবে না।

ষ্টেটসেক্রেটারি লক্ষ্ণৌয়ের লুণ্ঠন প্রাপ্ত
দ্রব্য সেনাদলে বিভক্ত করিবার আজ্ঞা দিয়া
ছেন।

মাঞ্চেষ্টরের মজুরদিগের সহায়তার জন্য
ঐ নগরে দশ লক্ষ টাকা চাঁদা হইয়াছে।
লণ্ডন হইতে প্রত্যহ ৬০,০০০ টাকা যাই
তেছে। সকলে অনুমান করেন, বড়দিন
পর্যন্ত এক কোটি টাকা সংগ্রহ হইতে পারে।
এবিষয়ে ইংলণ্ড অদ্বিতীয়। আমাদিগের
দেশ জ্বরে উৎসন্ন হইতেছে, দেখ দেখি না
কত টাকা আদায় হইল।

লণ্ডনের রাজকীয় বিচারালয়ে একটি
আশ্চর্য মকদ্দমা হইয়াছে। অর্থী সাউথ
গোবার এক জন বারিষ্টর, প্রত্যর্থী ফরাসী
গবর্ণমেণ্ট। যখন লুই নাপোলিয়ন লণ্ডনে ফেরা-
রী দুত ছিলেন, তখন ফরাসী গবর্ণমেণ্টের
সহায়তার জন্য [illegible] নামক মৃত
পত্রের সম্পাদক [illegible] তিন লক্ষ টাকা
দেবার কথা হয়। [illegible] ফরাসী
[illegible] করেন। ফরাসী গব-
র্ণমেণ্ট তিন লক্ষ টাকা দিয়াছিলেন কিন্তু সে
টাকা নানা হাত ফিরিয়ে গোবরের হস্তে
৬০,০০০ মাত্র পড়ে। তিনি বাকি টাকা পাই
বার জন্য নালীশ করিয়াছেন। মোকদ্দমার
কারণ ইংলণ্ডে হওয়াতে তত্রত্য বিচারালয়
মঞ্জুর পারিমিনিকে (এক্ষণে ফরাসী দেশ ম-
ধ্যস্থ বিদ্রোহী বন্দী ([illegible]
রাছেন। ইঁহার সমুদায় [illegible]
তর অদ্ভুত এই যে [illegible]
মাটি খাবার বই পান নাই।

সম্প্রতি কয়েক জন ইটালী[illegible]
টকে বধ করিবার চেষ্টা পায়। [illegible]
জন একটী রাস্তা খুলিবেন বলিয়া
করেন। প্রস্তুত গলির সম্মুখে যে
র সিংহাসন স্থাপিত হয়, তাহার
পিপে বারুদ রাখা হইয়াছিল। [illegible]
লীয় ধৃত হইয়াছে।

প্রিন্স আল্‌ফ্রেড গ্রীসের [illegible]
লেন না বোধ হইতেছে। ইংলণ্ডীয়
তাহাতে অমত। [illegible] ও [illegible]
বাদ করিবার সম্ভাবনা আছে [illegible]
সের রাজা হইয়া সুলতানকে আক্রম
ণ চেষ্টা না করিলে তাঁহাকে [illegible]
হইবে। ইংলণ্ড তাঁহাকে কদাচ [illegible]
সাহায্য করিবেন না।

মাদ্রাজ টাইমসের সম্পাদক
মৃত্যু হইয়াছে। ইনি এক জন উপযু
ক্ত ছিলেন।

টাইমস অব ইণ্ডিয়ার এক জন পত্র [illegible]
ক বলেন, সাক্ষটের ইমাম শীঘ্র [illegible]
রের সুবিধার জন্য সমুদ্র কূলে একটি [illegible]
(পিয়ার) করিতেছেন। ইহা বাণিজ্য জন্য [illegible]
ইবার ও নগর রক্ষা করিবার একটি উত্তম উপ[illegible]
য়। ইমান তন্নিমিত্ত করাচি হইতে কয়েক [illegible]
সরবেয়ার লইয়া যাইতেছেন। বাণিজ্য বিষ[illegible]
মস্কটের ইমাম ও [illegible] রাজা [illegible]
যার মধ্যে বিখ্যাত হইয়াছেন।

লেকসাহেব মাদ্রাজের বণিক সম্প্রদায়[illegible]
অভিনন্দন পত্রের উত্তর দিয়াছেন। [illegible]
বণিক ও রাজপুরুষের ইউরোপীয় [illegible]
চারি দিগে দৃষ্টি রাখিয়া সময় বুঝিয়া কার্য [illegible]
রিবার অনুরোধ করিয়াছেন। কাজেই [illegible]
আর সর চারলস উডকে ও ভারত গবর্ণমে[illegible]
কণ্ট্রাক্টবিল বিধি বদ্ধ করিতে সাহসী হইবে[illegible]
না।

সম্প্রতি বেহার ও কাশী হইতে বিস্তর [illegible]
হিকেলের ক্ষিতি আসিয়াছে। বোর্ডের [illegible]
ক্তোরা ও সেক্রেটারি তাহা দর্শন করিয়া [illegible]
শংসা করিয়াছেন। সমুদায় চীনে [illegible]
হইবে। চীন দেশ কেবল এক আফিমে [illegible]
সন্ন হইল।

৫ পৌষ শনিবার।

[illegible]টি বলেন, কলিকাতা হইতে [illegible]য় একটি ১৬ ঘন্টায় পিয়াছে [illegible] বাড়িতে বিস্তর লোক তথায় [illegible] একটি গ্রামি সাড়ে তিনটার স[illegible] [illegible]হয়। রেইলওয়ে খোলা ও প্র[illegible] [illegible]কাশীতে প্রায় ২০ লক্ষ লোক [illegible] ৫০ বৎসরের মধ্যে তথায় এত [illegible] হন নাই।"

[illegible] আরো বলেন, সম্বৎসরের গোল [illegible] বায় নাই। গবর্ণর জেনরলে [illegible] রাজপুরুষার রাজারা নিমন্ত্রিত [illegible]

[illegible]ক্রের কাশীর সংবাদদাতা বলেন, [illegible] দুই জন ইংরাজ আ[illegible] করিয়া নগরের চতুর্দ্দিকে [illegible]ছিল, তাহাদিগের মধ্যে যে ব্যক্তি [illegible] আর কয়েক জনের [illegible] করিয়া মিমাদ হইয়াছে। মহা[illegible] এই কার্য দ্বারা নিজ [illegible] [illegible]য়াছেন।

[illegible] ক্রনিকেল বলেন [illegible] [illegible]নের বিবাদের শেষ হইয়াছে তাঁহার [illegible] [illegible] উত্তম রূপে জানি। [illegible] করিয়াছেন। [illegible] [illegible] থাকাতে তাঁহার মৃত্যু হইয়াছে। [illegible] এমত প্রহার হয় নাই। ক্রনি[illegible] [illegible] অনুমান করেন এই দুর্ঘটের দুই বৎসর [illegible] হইবে, দেখা যাউক। এতদ্দেশীয়দিগের [illegible] ইউরোপীয়দিগের নিকটে ক্রমে [illegible] [illegible]

মেজর [illegible] নামক ভারতবর্ষীয়দলের একজন আফিসর এমলি নামে একটি অবিবা[illegible] [illegible]তা যুবতীকে [illegible] করিয়া [illegible] আ[illegible]পনার [illegible] [illegible] তাহার সহিত [illegible] [illegible] কয়েকবার দেখা [illegible] [illegible] গর্ভ ও একটি মৃত [illegible] [illegible] [illegible] দিবস উক্তের ন্যায় [illegible] [illegible] তাহার পিতা নালীশ [illegible] [illegible] মত কোন [illegible] [illegible] [illegible] হইবে। [illegible] মেজরের [illegible] [illegible] একটী মোকদ্দমার [illegible]।

সমাচার।

[illegible] ডাক্তার [illegible]-[illegible] বর্গে শেষ বিষয়ক কোন [illegible] হয় নাই। তাহার অব[illegible] এপ্রকার যে গবর্ণমেন্টের সেনাগণ অগ্রসর হইতে পারিতেছে না। বিদ্রোহীরা [illegible] [illegible] করিতেছে। তাহারা [illegible] এক প্রশস্ত প্রাচীর করিয়াছে আমেরিকার [illegible] [illegible] [illegible] ও [illegible] বিশেষতঃ [illegible] প্রতি বিরক্তি প্রকাশ করিতেছেন।

২১এ নবেম্বরের নিউইয়র্ক টাইম্‌স লিখিত হইয়াছে, আলেবামা (বিদ্রোহিদিগের যুদ্ধ জাহাজ) দ্বারা যে [illegible] হইতেছে, ভবিষ্যত আমেরিকা [illegible] ইংলণ্ডের নিকটে ক্ষতিপূরণ করিয়া লইবেন। [illegible] বিবাদ অধিক দিন থাকিবে না। [illegible] যুদ্ধ উপস্থিত হইলে ইহার শেষ হইবে। আমেরিকার [illegible] সমস্ত ইংলণ্ডের যত [illegible] অবমাননা করিয়াছেন, এবং যত দিন একজন আমেরিকান [illegible] থাকিবেন, তত দিন ই [illegible] জন্য দুঃখিত হইবেন। [illegible] হইতে [illegible] নামক এক বাষ্পীয় জাহাজ [illegible] আমেরিকার [illegible] হইয়াছে।

নিউইয়র্ক, ২২এ নবেম্বর। [illegible] [illegible] মিউনিসিপাল কর্মচারিদি[illegible] বিদ্রোহিদিগের [illegible] ও তাঁহার হস্তে নগরটি সমর্পণ করিতে বলিয়াছেন। মিউনিসিপাল [illegible] বিদ্রোহিদিগের [illegible] করিবেন না, কিন্তু নগরটি স্বাধীন রাখিবেন। সেনাপতি তাঁহাদিগকে বিবেচনার জন্য ১৬ ঘন্টা সময় দেন [illegible] [illegible] হইয়াছে। স্ত্রীলোক ও শিশুদিগকে নগর [illegible] [illegible] এত অল্প সময় [illegible] অনেকে অসন্তুষ্ট হইয়াছেন। সেনাপতি [illegible] [illegible] জন্য নগরের নিকটে ছাউনি করিয়াছেন।

গবর্ণমেন্টের সেনা [illegible] পার হইতে না পারে, এই [illegible] বিদ্রোহীর নদের [illegible] কামান [illegible] গবর্ণমেন্টের সেনারা [illegible] আছে। সেনাপতি [illegible] [illegible] [illegible] নাই। [illegible] নিকটস্থ [illegible] যুদ্ধ হইবার সম্ভাবনা, এক লক্ষেরও অধিক গবর্ণমেন্টের সেনা [illegible] হইয়াছে। [illegible] সকল [illegible] [illegible] মাসের মধ্যে [illegible] [illegible] ও যুদ্ধে ৭৫,০০০ লোকের মৃত্যু হইয়াছে।

[illegible] [illegible] [illegible] নগরে মিউ[illegible] তাহার বিচার [illegible]।

লণ্ডন ১৫ই ডিসেম্বর। আমেরিকা [illegible]

[illegible]

[illegible] [illegible] লোকের [illegible] [illegible] ও [illegible] [illegible] [illegible] ও বাটী সকল [illegible] হইয়াছে।

লণ্ডন [illegible] [illegible] [illegible] করিতে সমর্থ [illegible] যুদ্ধ [illegible] আছে। ফ্রেডরিকস্‌বর্গ ও [illegible] মধ্যে বিদ্রোহিদিগের যে প্রধান সেনা [illegible] তাহারা [illegible] আক্রমণ করিবার উদ্[illegible] করিতেছে। মার্কিনম নিউইয়র্কে [illegible] [illegible] অতিশয় সমাদরে গৃহীত হইয়াছেন। [illegible] [illegible] [illegible] [illegible] বিদ্রোহি[illegible] বিস্তর কাগজ (গবর্ণমেন্ট) ক্রয় করিতে[illegible] নিউইয়র্কে এমত ম [illegible] সভাপতি [illegible] [illegible] গ্রীসের [illegible] লোক [illegible] আলফ্রেড[illegible] [illegible] বিষয়ে আগ্রহ সহকারে [illegible] দিয়াছেন। [illegible] মন্ত্রি সম্প্রদায় [illegible] করিয়াছেন। [illegible] [illegible] ১২ লক্ষ টা[illegible] হইয়াছে। ২৪ জন লোক [illegible] [illegible] বয়সে প্রকার [illegible] [illegible] বত বাকি [illegible] [illegible] বিচারার্থ সমর্পণ করা হইয়াছে [illegible] যে ফরাসী [illegible] [illegible] চক্রান্ত হইতেছে। [illegible] [illegible] হইয়া [illegible] ভারতবর্ষীয় সেনাদলের [illegible] একটি [illegible] [illegible] কাছে [illegible] [illegible] হইতেছে। [illegible] নূতন [illegible] বসিয়াছেন। [illegible] [illegible] আগুরুর [illegible] [illegible] হইয়াছেন। রাজকুমারী [illegible] [illegible] প্রত্যাগমন করিয়াছেন। [illegible] [illegible] হইয়াছে:—

[illegible] জল [illegible] ও [illegible]
[illegible] (ট্রামরূ)।
[illegible] রেইলওয়ে।
[illegible] জল [illegible] ও [illegible]
কোম্পানি।

গবর্ণমেন্ট বিজ্ঞাপন।

[illegible] কার্য্যে [illegible] নিয়োগ।

২০এ ডিসেম্বর। [illegible] [illegible] [illegible] আবদুল করিম [illegible] [illegible] উক্ত [illegible] প্রথম শ্রেণীর [illegible] [illegible] পাইয়াছেন।

২৬এ ডিসেম্বর। [illegible] [illegible] [illegible] [illegible] হইয়া [illegible]

[illegible]

বেন, [illegible] যদি অন্য কোন আজ্ঞা না হয় উক্ত জেলার প্রতিনিধি জাইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর থাকিবেন।

ফরিদপুর জেলার [illegible] সহকারী মাজিষ্ট্রেট হইয়া মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইবেন; কিন্তু যত দিন অন্য কোন আজ্ঞা না হয় উক্ত জেলার প্রতিনিধি জাইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর থাকিবেন।

টি. এস্ [illegible] সাহেব পাটনার সহকারী মাজিষ্ট্রেট হইয়া মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টরের ক্ষমতা পাইবেন; কিন্তু যত দিন অন্য কোন আজ্ঞা না হয় উক্ত জেলার প্রতিনিধি জাইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর থাকিবেন।

পি. এ [illegible] সাহেব চট্টগ্রামের সহকারী মাজিষ্ট্রেট হইয়া, ফৌজদারি আইনের ২২ ধারানুসারে প্রথম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন, কিন্তু যত দিন অন্য কোন আজ্ঞা না হয় উক্ত জেলার প্রতিনিধি জাইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর থাকিবেন।

[illegible] সাহেব ত্রিপুরার সহকারী মাজিষ্ট্রেট ও কালেক্টর হইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে প্রথম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন; কিন্তু যত দিন অন্য কোন আজ্ঞা না হয় উক্ত জেলার প্রতিনিধি জাইন্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর থাকিবেন।

এস. কে. কে. [illegible] সাহেব মানভূমের সহকারী মাজিষ্ট্রেট ও কালেক্টর হইয়া ফৌজদারি আইনের ২২ ধারানুসারে ক্ষমতা পাইয়া [illegible] বিভাগের ভার পাইলেন।

৩০এ ডিসেম্বর। ই. [illegible] সাহেব [illegible] তৃতীয় শ্রেণীর সহকারী পুলিস সুপারিন্টেণ্ডেণ্ট হইবেন।

এ. এচ. [illegible] সাহেব বর্দ্ধমানে তৃতীয় শ্রেণীর সহকারী পুলিস সুপারিন্টেণ্ডেণ্ট হইবেন।

ই. [illegible] সাহেব পূর্ণিয়ার তৃতীয় শ্রেণীর সহকারী পুলিস সুপারিন্টেণ্ডেণ্ট হইবেন।

প্রেরিত

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহোদয়েষু।

নিবেদন মিদং—

অতি অল্প দিন হইল এখানে কতকগুলি শিখ জাতীয় পুলিস [illegible] আসিয়াছে। ইহাদিগের আগমনাবধি দোকানী [illegible] প্রভৃতির [illegible] হইতেছে।

[illegible] আমি শুনিলাম অমুক দোকানদারকে সিপাহীরা প্রহার করিল [illegible] অমুক দোকানদার [illegible] লইয়া গেল [illegible] দিন দিন একটি না একটি কাণ্ড ঘটিতেছে। [illegible] দেড় আনার অর্দ্ধেক মূল্যের প্রার্থনা করিয়া নিতান্ত কাতর স্বরে পাছু পাছু যায় কিন্তু তাহাকে প্রহার সহ্য করিতে হয়। বিশেষ ঐ ইহারা ১০। ১২ জন একত্র হইয়া বেড়ায়।

[illegible] কেহ কেহ হাটে [illegible] দোপাট্টা (বনাতি ফর্দ) বাজার চালু প্রভৃতি সামান্য লোকের নিকট বিক্রয় করে। ৭। ৮ দিন পরে ঐ কাপড় সহিত [illegible] তাহাকে ধরিয়া বসে এবং "এ আমার কাপড়, তুমি যাহার নিকট কিনিয়াছ তাহাকে দেখাইয়া দাও," বলিয়া তাড়না করে। তখন দোকানে গিয়া কিছু জিনিষ লয়, দাম চাহিলে সঙ্গে যে কিছু কাপড় বা পুটলী থাকে, [illegible] উহা রাখিয়া যাইল, কিছু কাল পরে ৭। ৮ জন একত্র হইয়া আসিয়া দোকানীকে আক্রমণ করে এবং তাহার (সিপাহীর) পুটলী কাড়িয়া লইয়াছে এমত ভাণ করিয়া পরিশেষে দোকানীর সর্ব্বনাশ ও প্রাণদণ্ড করিয়া ছাড়ে। এই প্রকার গোলযোগে পূর্ব্বে এখানকার একজন রুটীওয়ালার [illegible] পুটলী কাড়িয়া [illegible] সর্ব্বস্বান্ত হইয়া ২০ টাকা দণ্ড হইয়াছে!!!

এই সমস্ত দৌরাত্ম্য শুনিয়া অনেকে মনে করিতে পারেন আমাদের কি রাজা নাই? হাঁ, আছেন! তদুপলক্ষে ৩রা পৌষের বিবরণ সংক্ষেপে লিখিতেছি। ঐ দিন কতকজন সিপাহী বাজারে গিয়া পয়সা না দিয়া মাচ লইয়া যায়, দাম চাহিলে উভয় পক্ষে [illegible] হয়। থানার একজন লোক সিপাহীকে মাচ ছাড়িতে বলে, ঐ অপরাধে [illegible] ৪০। ৫০ জন সিপাহী সহিত কাপ্তান স্বয়ং হাটে আসিলেন। সিপাহীরা যাহাকে দেখায় তিনি (কাপ্তান) তাহাকেই গ্রেপ্তার করেন। প্রথমেই দারোগাকে তলপ দেন এবং "তুমি আমার মাচ ছিনাইয়া রাখিয়াছ, [illegible] জমিদারদের সঙ্গে যোগ দিয়া। পূর্ব্বের [illegible] ইহাদের [illegible] সঙ্গে, লড়িয়া কোতোয়ালকে [illegible] দিয়াছ; আমি দেখিব, কেমন করিয়া তোমরা [illegible]" এই প্রকার তর্জন গর্জনের পরে দারোগাকে [illegible] তাহার সম্মান প্রাপ্ত হইলেন [illegible]। [illegible] এই সময়ে আমাদের ডেপুটি মাজিষ্ট্রেট [illegible] ঘাটে উপস্থিত হইলেন কিন্তু [illegible] টানাটানি পড়ে [illegible] অপরাধী (সিপাহী) মুক্ত হইয়া [illegible] দোকানদার এই ২ জনকে মাত্র [illegible] [illegible] ডেপুটি [illegible]

যদি আমাদিগের সিপাহীর [illegible] তাহা হইলে [illegible] কিসারে ঐরূপ করিয়াছি। মাজিষ্ট্রেট সাহেব [illegible] পর স্থির করিয়া দিয়াছেন, [illegible] আমাদের [illegible] আমরা এ কর্ম্মের [illegible] আমাদের ডেপুটি বাবু ঐ কর্ম্ম [illegible] প্রকাশ করিয়া আইনের [illegible] পরে শুনিলাম এ বিষয়ে [illegible] করিয়াছেন (১)

শ্রীযুক্ত সোমপ্রকাশ [illegible]

সোমপ্রকাশে [illegible] ডেপুটি [illegible] বাবু [illegible] পাঠ করিয়া, আমরা অতি [illegible] কিন্তু সম্প্রতি [illegible] বাবু [illegible] [illegible] [illegible] বাবু [illegible] এক পত্র লিখিয়াছেন [illegible] [illegible] সম্পাদক [illegible] কিন্তু আমি যদি [illegible] ক্রমশঃ আরোগ্য [illegible] [illegible] কষ্ট [illegible] [illegible] [illegible] করিবেন। [illegible]

[illegible] আসীন (২) [illegible] [illegible] ভাবে [illegible] এক [illegible] জি. কে [illegible] পাঠাইব।

[illegible] সিপাহীদিগকে [illegible] তাহার বিবেচনায় [illegible]

(১) [illegible] যে বিচার [illegible] অভিমুখে [illegible] ও [illegible] তাহার কারণ। সিপাহি দিগকে এই [illegible] তাহারা কর্ত্তব্য কর্ম্মে উপেক্ষা, না করিবে [illegible]? আর প্রজা [illegible] উপরে এই [illegible] [illegible] করিবে? স।

(২) আজ কাল [illegible] [illegible] অবস্থান করিয়াছে।

[illegible] হচ্ছে না। এ, [illegible] পুরাকালীতে যেমন [illegible] ও সভ্যতার [illegible] তাহাতে এ প্রকার [illegible] ও অসভ্য ধর্ম্মবিধি রাখা [illegible] [illegible]। [illegible] অপরাধ কি? বিধাতা [illegible] রেখেছেন। আমার মতে পুং- [illegible] উচিত।

[illegible]। অকো [illegible] জান না। বিদ্যা ও অস- [illegible] ব্যবহারই [illegible] সভ্যতার [illegible]। [illegible] ও বেহ্মদের [illegible] দুইই চলুক।

([illegible] বহিঃ কতকগুলো এখান [illegible] কতকগুলি, [illegible] করিয়া [illegible] [illegible]।)

[illegible]। মহাশ [illegible] অতি [illegible] [illegible] উঠাছে হচ্ছে [illegible] করতো।

[illegible]। [illegible]

[illegible] আগুন জ্বালাইয়ে [illegible], যেমন [illegible] কাল। (অপর।) কিন্তু আমার উপ- [illegible] থাকলে আমাকেও এ মত পেতে [illegible] আজকাল চলচে। এই মত [illegible] ঠিক বর্ত্তমান সময়ের কতকগুলি বাঙ্গা- [illegible] কার্য্য হইল।

ছিঃ। (বাক্সের [illegible] উঠিয়া) ধর্ম্মরাজ [illegible] কয়েকটা পাপাত্মার বেবার হয়েছে। তা- [illegible] বিষয়ে আপনার কি আজ্ঞা হয়?

ধম। তারা কে?

ছিঃ। আজ্ঞা! এদের মধ্যে একজন অপ- [illegible] করেছিল, আর একজন।

ধম। ওকে কি সাজা দেওয়া যেতে পারে?

[illegible] ওকে প্রজ্বলিত লৌহনির্ম্মিত [illegible] [illegible] করে রাখা হয়েছে।

[illegible] প্রবেশ ও ধমের সম্মুখে [illegible] দুইখানা [illegible] পত্র [illegible] এ- [illegible] একখান—

[illegible] অপেক্ষা কম [illegible] ([illegible] ও পাঠ)

[illegible]! অনুমতি করেন ত আমি এ- [illegible]

[illegible] দেখ।

([illegible] সোমপ্রকাশ উদ্ঘাটন করিয়া [illegible])

ধম। [illegible] পেট্রিয়টের এম এ [illegible] [illegible]। এই আমাদের [illegible]

ছিঃ। [illegible] লিখেছে।

ধম। [illegible] ডিপার্টমে- ণ্টের কম [illegible] এডিট- [illegible] ভিন্নমত।

[illegible]

চিনে, আর আমারও [illegible] হচ্ছে এখানে আনেনি।

[illegible]। [illegible]! [illegible] যে [illegible] না [illegible] বংশের [illegible] পাঠিয়েছি। চিত্রগুপ্ত! ওদের [illegible] সেখানে [illegible] করিত করা গেল। আর তোমার খাতায় লিখে রেখে দেও এখানে এলে [illegible] কুম্ভীপাক নরকে দেওয়া হবে। ([illegible]) হরকরা [illegible] [illegible] আগ [illegible]।

ছিঃ। ধর্ম্মরাজ! ধৃষ্টতা ক্ষমা করিবেন আমার এ বিষয়ে কিছু বক্তব্য আছে।

ধম। আচ্ছা কি বল।

ছিঃ। আয়ুষ্মন্! সম্পাদকেরা দেশের হি- তৈষী, এঁদের প্রতি এমন নিদারুণ দণ্ডবিধান করা উচিত হয় না। বিশেষতঃ ঐ দুই জন অতি [illegible] লোক, দেশের হিতসাধনে প্রাণ পণে যত্ন করে থাকেন। সোমপ্রকাশ সম্পাদকের হিতকারিতার ত কথাই নাই। বর্ত্তমান হিন্দু পেট্রিয়ট সম্পাদকও প্রশংসা যোগ্য। সেদিন [illegible] পেট্রিয়টের মৃত সম্পাদককে [illegible] উ- [illegible] সুখ সদনে প্রেরণ করিলেম। বর্ত্তমান সম্পাদকও তাঁহার অনুপযুক্ত উত্তরাধিকারী নহে। বোধ হয় কোন প্রতারক পত্র প্রেরক দ্বারা প্রতারিত হয়ে এরূপ মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। অতএব আমার বিবেচনায় এঁদি [illegible] দণ্ড দেওয়া উচিত নহে।

ধম। [illegible] না তুমি [illegible] না [illegible] অনুসন্ধান না করে এমন [illegible] মিথ্যা সংবাদ লেখে কেন? যেনোকরে [illegible] প্রেত এখানে এলে স্বর্গনিকুঞ্জে অবস্থিতি করতে দেওয়া হবে বটে কিন্তু বৎসরে একদিন করে [illegible] প্রেতের মুখ দর্শন করতে হবে।

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত [illegible] [illegible] [illegible]।
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ [illegible] পর্য্যন্ত ১০ [illegible]
" কালীপ্রসাদ বসু [illegible] [illegible]
১২৬৯ ১৫পৌষ হইতে ৭০ ১৫পৌষ পর্য্যন্ত ১০ ঐ
[illegible] [illegible] ৬।০
সেখ আকবর আলী [illegible]
১২৬৯কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত কোং ৩।০ ঐ
[illegible] [illegible] [illegible]
১৮৬২ জানুয়ারি হইতে জুন পর্য্যন্ত কোং ৫ ঐ
নবীনচন্দ্র দাস [illegible]
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত [illegible]
[illegible]

১২৬৯ [illegible] হইতে ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত [illegible]
[illegible] দত্ত [illegible]
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ৫ ঐ
শ্রীযুক্ত বাবু যদুনাথ ভট্টাচার্য্য [illegible]
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত ৫ ঐ
[illegible] পবলিক লাইব্রেরী [illegible]
১৮৬৩ জানুয়ারী হইতে [illegible] পর্য্যন্ত ১০ ঐ
[illegible] মুখোপাধ্যায় [illegible]
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ৫ ঐ
শ্রীমতী [illegible] বসু [illegible]
১২৬৯ পৌষ হইতে জ্যৈষ্ঠ পর্য্যন্ত কোং ৫ ঐ
গিরিশচন্দ্র চৌধুরী [illegible]
১২৬৯ পৌষ হইতে ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত ৫ ঐ
শ্রীযুক্ত বাবু [illegible] বসু [illegible]
১২৬৯ পৌষ হইতে ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত কোং ৫ ঐ

সোমপ্রকাশ সংক্রান্ত কএকটী বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে মফস্বলে সোমপ্রকাশ প্রেরণ করা যায় না।

যাঁহারা সোমপ্রকাশের মূল্য [illegible] টিকিট পাঠাইবেন, তাঁহারা এক অথবা আধ আনার অধিক মূল্যের ও রসীদের টিকিট না প্রেরণ করেন।

যখন যিনি মফস্বল হইতে সোমপ্রকাশের মূল্য পাঠাইবেন তাহা যেন রেজিষ্টরি করিয়া দেন।

পূর্ব্বপ্রদত্ত মূল্যের কাল অতীত হইলে মূল্য পাঠাইতে কেহ যেন অনর্থক বিলম্ব না করেন।

যাঁহাদিগের মূল্য দিবার সময় অতীত হইয়া যাইবে, সপ্তাহ কাল সময় প্রতীক্ষা করিয়া প্রথমে চিঠি লিখিয়া জানান হইবে, যদি তাহাতে কোন উত্তর অথবা মূল্য না পাওয়া যায় কাগজ বন্ধ হইবে। মূল্যের নিমিত্ত চিঠি মাশুল না দিয়া পাঠান হইবে। কলিকাতা সংস্কৃত কালেজে আমাদিগের নামে চিঠি আসিলে আমরা শীঘ্র পাইব।

যাঁহারা হঠাৎ সোমপ্রকাশ পরিত্যাগ করিবার উদ্যোগ হইবে চিঠি লিখিয়া না জানাইলে তাহা [illegible] পাইবেন না।

যাঁহাদিগের চিঠি প্রভৃতি লিখিবার প্রয়োজন হইবে, কলিকাতা সংস্কৃত কালেজে পাঠাইলে আমরা শীঘ্র ও নির্ব্বিঘ্নে পাইব।

কেহ সোমপ্রকাশে বিজ্ঞাপন দিতে ইচ্ছা করিলে তাঁহাকে প্রথম বার প্রতি পংক্তি [illegible] আনা, দ্বিতীয় ও তৃতীয় বার /৩ আনা, ও [illegible] তাহার পর /[illegible] আনা করিয়া দিতে হইবে।

[illegible]

সোমপ্রকাশ

[illegible]

[illegible] { সন ১২৬৯। ২৯ পৌষ। ইং ১৮৬৩। ১২ জানুয়ারি। } [illegible]

বিজ্ঞাপন।

ফরিদপুর জিলার অন্তঃপাতী বাইকেয়ারি মহম্মদপুর নামে যে পত্তনি তালুক আছে, তাহা দরপত্তনি দেওয়া অথবা বিক্রয় করা যাইবে। যাঁহার সেই তালুক দরপত্তনি লইবার অথবা ক্রয় করিবার ইচ্ছা আছে, তিনি কলিকাতার [illegible] কোম্পানির নিকটে আবেদন করিলে সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিবেন।

সোমপ্রকাশ।

২৯এ পৌষ সোমবার।

আমরা [illegible] দিন অবধি সোমপ্রকাশের আর এক পৃষ্ঠা বাড়াইবার চেষ্টা করিতেছি, কিন্তু কোন রূপে কৃতকার্য্য হইতে পারিতেছি না। [illegible] বাড়িলেই সেই সঙ্গে সঙ্গে সকল বিষয়েরই ব্যয় বৃদ্ধি হইবে। প্রথম, অধিক অক্ষর সংগ্রহ করিতে হইবে। দ্বিতীয়, কাগজ, কালী, কম্পোজিটর ও অন্য অন্য সরঞ্জাম বাড়াইতে হইবে। তৃতীয়, বর্ণ সংশোধক ও লেখকের সংখ্যা বৃদ্ধি করিতে হইবে। এই সঙ্গে সঙ্গে সম্পাদকের যে পরিশ্রম ও আ[illegible] [illegible] ক্ষতি হইবে, আমরা তাহা ধরিলে গণনা করিতেছি না। আর সমুদায় অধিক ব্যয় ব্যতিরেকে সম্পন্ন হওয়া সম্ভাবিত নহে। কিন্তু সে ব্যয় বৃদ্ধির [illegible] সোমপ্রকাশের মূল্য বৃদ্ধি [illegible] আমাদিগের অভিপ্রেত [illegible] অবলম্বন [illegible]

[illegible]

সের অনুমোদিত হয়, অতিরিক্ত সিদ্ধি হইতে পারে।

যে অবধি সোমপ্রকাশের মাসিক [illegible] ও অগ্রিম বার্ষিক দশ টাকা মূল্য করা হইয়াছে, সেই অবধি মফস্বলের গ্রাহকদিগের নিকট হইতে ডাকমাশুল গ্রহণ পরিত্যাগ করা গিয়াছে। সেরূপ করিবার তাৎপর্য্য এই, কলিকাতার সহিত মফস্বলের [illegible] আছে। নগরবাসিরা [illegible] অনেক বিষয় অবগত হইতে পারেন। তদ্ভিন্ন এখানে নানাপ্রকার [illegible] আছে, অনেকের অবস্থাও ভাল। কিন্তু মফস্বল বাসিদিগের এ সকল সুবিধা নাই। তাঁহাদিগের কেবল এক মাত্র পত্রের উপর নির্ভর, সকলের অবস্থাও ভাল নয় যে অধিক ব্যয় করিয়া সংবাদ পত্র গ্রহণ করিবেন। এই সকল বিবেচনা করিয়া আমরা উক্তবিধ নিয়ম অবলম্বন করি। এক্ষণে আমাদিগের সে নিয়ম ব্যতিক্রম করিয়া মফস্বলবাসী অশক্ত সোমপ্রকাশ পাঠকদিগকে সেই লাভ ভোগে বঞ্চিত করিবার ইচ্ছা নাই। তবে আমাদিগের ইচ্ছা এই, যাঁহারা সমর্থ হইবেন, তাঁহারা যদি ইচ্ছা পূর্ব্বক স্বতন্ত্র ডাক মাশুল দেন, আমরা আর এক পৃষ্ঠা বৃদ্ধি করিয়া [illegible] সহিত আপনাদিগের চিত্ত [illegible] করিতে পারি। আমরা [illegible] করিতে [illegible] সেন বলিয়া তাঁহাদিগের [illegible] হইবে না। [illegible]

করিবেন, যাঁহারা [illegible] সের মূল্য [illegible] ডাকের [illegible] বার্ষিক [illegible]

[illegible]

[illegible] ... বিদ্যাসাগর ... হইতেছে না। ... দিয়াছেন, ইঁহারা ... এরূপ বর্দ্ধিত ... [illegible]

[illegible] বিষয় ... এই কালেজে ... অধ্যাপক ... করিতেছেন। ... হইয়াছে ২ টাকা ... দিতে হইবে। [illegible]

[illegible] ... সংস্কৃত অধিক ... হইয়াছে, তাহাদিগের ... হইবে।

[illegible] ... কাহারও এস্থলে পাঠক ... অপ্রাসঙ্গিক হইতেছে ... কাউএল সাহেব অধ্যাপক ও ... বেতন বৃদ্ধি করিয়া দিবার ... হইয়াছেন ... [illegible]

[illegible] করিয়া কি অধ্যাপক [illegible] বেতনবৃদ্ধির উপায়ান্তর [illegible] শিক্ষাসম্বন্ধে যে [illegible] দিয়াছেন, সংস্কৃত কালেজ কি তাহার অংশগ্রাহী হইবার যোগ্যপাত্র নহেন?

এই সংস্কৃত কালেজের প্রতি গবর্ণমেন্টের একটী বিষয়ে অতিশয় অনাস্থা [illegible] তাহা আমাদিগের দৃষ্টিপথে [illegible] হইয়া অতিশয় দুঃখজনক কথা [illegible] তেছে। রাজপুরুষ [illegible] ই বিদ্যালয় [illegible] সুখিতে দর্শন করেন না।" কা[illegible] প্রফেসর" ইত্যাদি উপাধি দ্বারাই [illegible] প্রতীয়মান হইতেছে। কুত্রিম সংস্কৃত [illegible] রাজপুরুষেরা অত্রত্য অধ্যাপক ও [illegible] দিগের যথোচিত সম্মাননা করিয়া [illegible] কেন, তাহাও আমরা অবগত হইতে [illegible] নাই। দি [illegible] অধ্যাপকদিগের যে বেতন নিরূপিত আছে, তদ্দ্বারা যদি কেহ ইহা[illegible] পরিচয় গ্রহণ করেন, সাধারণকুল অপেক্ষাও ইহাকে নিকৃষ্ট জ্ঞান করিবেন। [illegible] স্কুলের প্রধান শিক্ষকের বেতন ১৫০ টাকা; কিন্তু এখানের যিনি সর্ব্বপ্রধান ও [illegible] তাঁহার যে [illegible] ১০০ টাকা মাত্র। [illegible] কল্যাণে তিনি তাহার সকলও রাজকোষ হইতে সংগ্রহ করিতে পারেন না! এক দিন যা হই য়াছে, তা হইয়াছে এই অবিবেচনার কার্য্য টী এখন আর সহ্য হইতেছে না। আরো [illegible] কলিকাতা [illegible] কালেজের অধ্যাপকেরা সংস্কৃত কালেজের অধ্যাপকের [illegible] বেতন পাইয়া থাকেন। [illegible] কালেজের [illegible] সংস্কৃত কালেজের [illegible] [illegible]

বার উন্নতিসাপেক্ষ, সংস্কৃত ভাষার প্রকৃতি। সংস্কৃত ভাষার লালন পালনেই বাঙ্গালা ভাষা দিন দিন পরিপুষ্ট ও বর্দ্ধনশীল হইতেছে। এই কালেজের সংস্কৃত ডিপার্টমেণ্ট [illegible] যে এমনি হতশ্রী যে ইহার অন্তর্নিবিষ্ট ইংরাজী ডিপার্টমেণ্টের সহিত প্রতিযোগিতা করিতেও সমর্থ নহে। সম্প্রতি অত্রত্য অধ্যাপক ও শিক্ষকদিগের বেতন বৃদ্ধির যে প্রস্তাব হইয়াছে, শুনা গেল, তাহাতেও উল্লিখিত বিলক্ষণ ভাব অলক্ষিত হইতেছে না। ইংরাজী শিক্ষকদিগের ৫০।২৫।২০ প্রভৃতি টাকা বাড়াইবার অনুরোধ করা হইয়াছে, কিন্তু সংস্কৃত অধ্যাপকদিগের অদৃষ্ট দশ ছাড়িয়া উঠিতে পারে নাই। আমাদিগের বিজ্ঞ, অপক্ষপাতী, যথার্থদর্শী অধ্যক্ষ এই গুলি বিবেচনা করিয়া ইহার প্রতিবিধান চেষ্টা করেন এই আমাদিগের অনুরোধ।

ভারতবর্ষীয় সভার দ্বিতীয় অধিবেশন।

এই সভা দ্বিতীয় [illegible] হইতে উত্থিত হইয়াছেন। ১৮[illegible] বহু কালের পর [illegible] এর দ্বারা সভাগুরুকে [illegible] হেন। সম্প্রতি সভা [illegible] সর চারলস উডকে এক [illegible] পত্র দিবার প্রস্তাব করিয়াছেন [illegible] যদি সভা হয়, আমরা যথার্থ [illegible] করিবার [illegible] পাইয়াছিলাম, তাহা [illegible] য়াছে।

সভার যে দ্বিতীয় [illegible] তাহার আর একটি [illegible] ইহা [illegible] [illegible] করিয়া [illegible]

[illegible] দের মতের [illegible] অনুসারে হইয়াছে। আমরা এ বিষয়ে [illegible] প্রবর্ত্তিত করিবার নিমিত্ত যত্নে [illegible] ছিলাম, কিন্তু পেট্রিয়ট তাহার যে উত্তর দান করিয়াছেন, যত্ন করিয়া তাহার সারাংশ পাঠকগণের গোচর জন্য [illegible] যাইতেছে। প্রথম, সভার কোন কোন বিষয়ে চেষ্টা করিয়া কৃতকার্য্য হইবার সম্ভাবনা নাই। দ্বিতীয়, সভা কোন কোন বিষয়ে দুই এক বার চেষ্টা করিয়াছিলেন কৃতকার্য্য হইতে পারেন নাই। তৃতীয়, অনেকে তাদৃশ চেষ্টার বিরোধী বটেন। এ বিষয় লইয়া বৃথা বাদানুবাদ করা আমাদিগের উদ্দেশ্য নহে। আমরা সংক্ষেপে একটী কথা কহিতেছি, সভা শুনিয়া কর্ত্তব্য অবধারণ করুন।

চাণক্যের বুদ্ধিবলে নন্দবংশ উন্মূলিত হইলে পর অকপট প্রভুভক্তি সম্পন্ন মহানুভব রাক্ষস (ঐ বংশের প্রধান মন্ত্রির নাম) ঐ বংশকে পুনঃ স্বপদে প্রতিষ্ঠিত করিবার নিমিত্ত নানা প্রকার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু চাণক্যের বুদ্ধি প্রভাবে কাপুরুষের চেষ্টার ন্যায় সে সমুদায় নিষ্ফল হইয়া গেল। তখন রাক্ষস ভগ্নোৎসাহ প্রায় হইলে বিরাধগুপ্ত তাঁহাকে কহিলেন, যত বিঘ্ন হউক না কেন, আপনার ন্যায় প্রধান লোকের আরব্ধ কার্য্য পরিত্যাগ উচিত নহে।

প্রারভ্যতে ন খলু বিঘ্নভয়েন নীচৈঃ
প্রারভ্য বিঘ্নবিহতা বিরমন্তি মধ্যাঃ।
বিঘ্নৈঃ পুনঃ পুনরপি প্রতিহন্যমানাঃ
প্রারব্ধমুত্তমগুণাস্ত্বমিবোদ্বহন্তি।

অধম লোকে বিঘ্ন হইবে ভয়ে কার্য্য আরম্ভ করে না; মধ্যম ব্যক্তি কার্য্য আরম্ভ করে বটে, কিন্তু বিঘ্ন উপস্থিত হইলেই [illegible] পরিত্যাগ করে; যাঁহারা উৎকৃষ্ট [illegible] হন, কার্য্যের অনুষ্ঠান কালে পুনঃ পুনঃ বিঘ্ন উপস্থিত হইলেও [illegible] আরব্ধ কার্য্য হইতে বিরত হন না। [illegible] সময়ে সকল [illegible] না হয়, এই জন্য ভারতবর্ষীয় সভা ও সভ্যগণ কর্ত্তব্যানুষ্ঠানে পরাঙ্মুখ অথবা দুই এক বার চেষ্টা করিয়া নিবৃত্ত হন, ইহা কোন মতেই আমাদের অনুমোদিত নহে। তাঁহাদিগের কোন রূপে লোকের নিকটে গুরু হওয়া নয়, তাঁহারা আপনা হইতেই সমুদায় ভারতবর্ষের প্রতিনিধিত্ব স্বীকার করিয়াছেন। যে কোন উপায়ে (অসৎ উপায়ে সন্দেহ নাই) হউক, যাহাতে ভারতবর্ষের কল্যাণ হয়, প্রাণপণে তাহাদিগকে সে চেষ্টা করিতে হইবে। অধ্যবসায়বান হইলে কৃতকার্য্য হইবেন সন্দেহ নাই। [illegible] কান্ত্রি দল কিরূপ অধ্যবসায়কে অবলম্বন করিয়া স্বার্থসাধন চেষ্টা করিতেছেন, তাঁহারা কি তাহা দেখিতে পাইতেছেন না? তাঁহাদিগের স্বার্থ ন্যায়ানুগত নয়, তথাপি তাঁহারা পুনঃ পুনঃ প্রত্যাখ্যাত হইয়াও আপনাদিগকে লজ্জিত ও অবমানিত জ্ঞান করিতেছেন না, আর ভারতবর্ষীয় সভার সভ্যগণ ন্যায্য প্রার্থনা করিয়া দুই এক বার প্রত্যাখ্যাত হইয়াই আপনাদিগকে অবমানিত জ্ঞান করিয়া ভারতবর্ষের ইষ্ট সাধন চেষ্টা পরিত্যাগ করিতেছেন, ইহা কি বিস্ময়ের বিষয় নহে? লোকে তাঁহাদিগের এই ব্যবহার দেখিয়া কি মনে করিবে? ভারতবর্ষের কল্যাণ সাধন তাঁহাদিগের আন্তরিক নয়, লোকে কি এই বোধ করিবে না? তাঁহারা এক বার স্মরণ করিয়া দেখুন দেখি, [illegible] পার্লিয়ামেন্টের কিরূপ অবস্থা ছিল। কোন সভ্য, রাজার অভিপ্রায় বিরুদ্ধ কোন ন্যায্য প্রার্থনাও করিতে সাহসী হইতেন না, কেহ সাহসী হইলেও তিনি তৎক্ষণাৎ [illegible]; একণে সেই পার্লিয়ামেন্ট [illegible] শক্তি সঙ্কুচিত করিয়া [illegible] কি অধ্যবসায়ের গুণ নহে? ভারতবর্ষীয় [illegible]

[illegible]

ইয়াছেন। প্রজাগণের স্বত্বি চিরস্থায়ী
বন্দোবস্তের বিঘ্ন না হইলে কৃষক [illegible]
, বাঞ্ছানুরূপ সৌভাগ্যশালী হইবে
। লার্ড কর্ণওয়ালিস যে উদ্দেশে জমী
রেরশ্দিগের চিরস্থায়ী বন্দোবস্ত করিয়া
লেন, জমীদারের দোষে সে উদ্দেশ্য
সিদ্ধ হয় নাই [illegible] । সে উদ্দেশ্য
, প্রজার স্বত্ব অত্যাচার নিবারণ ও
দিগের [illegible] ভূমি অধিকার উর্বরতা
দেশের কৃষি [illegible] আমাদিগের সুখ সচ্ছ
[illegible] । কিন্তু আমরা দেখিতেছি,
এ দেশের [illegible] উত্তরবিধ জমীদা
রই অত্যাচার ঘুচিতেছে না। জমীদা
[illegible] জমীদারীতে থাকিয়া তা
র [illegible] চেষ্টা করিতেছেন না।
[illegible] বিষয়েও
[illegible] না। [illegible] লইয়া তাঁহা
দের [illegible] আমোদ ও
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]

প্রজাদিগকে [illegible]
[illegible] করিবার তাঁহাদিগের যে
ক্ষমতা ছিল, ১০ আইন তাহা [illegible]
হে বটে, কিন্তু ইহা কর বৃদ্ধির বিরুদ্ধে
[illegible] বিধি না দেওয়াতে প্রজারা অত্যা
র [illegible] হইতে পারিতেছেন না।

[illegible] প্রস্তুত বিষয়ে আমাদিগের ম
[illegible] সাহেব প্রজাদিগকে দীর্ঘ
[illegible] । বিষয় যে প্রস্তাব করিয়া
[illegible] আমাদিগের অনুমোদিত ম
[illegible] থাকিলে প্রজারা সু
[illegible] হয় না। আমা
[illegible] চিরস্থায়ী বন্দোবস্তই উৎকৃ
। [illegible]
[illegible] আশঙ্কা করা হয়, সে বিষয়ে আম
[illegible] তাঁহাদিগের নিকট

হইতে [illegible]
তাঁহারা যেমন [illegible] সেইরূপ
থাকুন। তাঁহারা [illegible] সর্বদাই
২ পাঁচটির মত [illegible] সেইরূপ
এজাদিগকে [illegible] অত্যাচার হইতে
মুক্ত করিবার [illegible] পারে
না। জমীদারেরা কৃষি [illegible] কিছুই
উন্নতি করেন নাই; বিনা তাহাদিগের
অপরিচিত বাণিজ্য, শিল্প, সাহায্য সং
ক র্ম প্রভৃতি ও [illegible] তাহাদি
গের [illegible] নহে। কৃষকদিগের
দুরবস্থা তাহাদিগের [illegible] ফল। এ
রূপ স্থলে তাহাদিগের অত্যাচার নিবার
ণের প্রস্তাব কে না করিবেন? প্রজাদিগের
স্বত্বি চিরস্থায়ী বন্দোবস্ত করিলে কৃষি ও
বাণিজ্যের সবিশেষ শ্রীবৃদ্ধি হইবে সন্দেহ
নাই। তাহারা আত্মস্বামিত্বরূপে [illegible]
করিয়াও ভূমির সর্বশস্যশালিকা [illegible]
[illegible] যত্নশীল হইবে। এতদ্দ্বারা আর এই
একটি লাভ হইবে যে মধ্যম ও নীচ শ্রেণী
ক্রমে ধনী ও সভ্য হইয়া স্বদেশের উন্নতি
সাধনে সমর্থ হইবেন। এই এক মাত্র উ
পায় আমাদিগের দৃষ্টিপথে আবির্ভূত হই
য়াছে। এই কারণেই পূর্ব্বে আমরা সর
[illegible] সাহেবের আজ্ঞায় প্রতিবাদ করি
য়াছিলাম। পিকক সাহেব এ বিষয়ে মনো-
যোগ [illegible] করেন নাই। কিন্তু তাঁহার
বিবেচনা করা উচিত ছিল, কৃষক দলের
অভ্যুদয়েই দেশের কল্যাণ হয়। আমাদি
গের কৃষকেরা যদি যথোচিত উৎসাহ
প্রাপ্ত হয়, পৃথিবীর মধ্যে সৌভাগ্যশালী
হইতে পারে। অন্য অন্য দেশের কৃষক
দিগের ন্যায় ইহাদিগের [illegible] বু
দ্ধিবৃত্তিতে কোন দোষ নাই। কেবল এক কদ
[illegible] গোলযোগ থাকাতেই ইহারা
[illegible] হইতেছে। এ বিষয়ে আমাদি
গের বারান্তরে [illegible] করিবার ইচ্ছা
রহিল।

[illegible]

[illegible]

[illegible] বিদ্যুৎসাগরের [illegible]
[illegible]
[illegible] সিংহাসন [illegible]
[illegible] পূর্বপুরুষ [illegible]
দীর্ঘকাল রাজত্ব [illegible]
[illegible] বৎসর কাল [illegible]
রাজ্য শাসন করেন। এই [illegible]
গৃহযুদ্ধে ও শিখ (১) [illegible]
সহিত সংগ্রামে [illegible]
তাঁহাদিগের [illegible] কালে রাজ্য [illegible]
ই হইয়া আইসে। [illegible]
[illegible] ও হিন্দুদিগের [illegible]
[illegible] রাজা [illegible]
যান, তাঁহার উত্তরাধিকারিরা [illegible]
আমোদ ও ব্যসনাসক্তি দোষে [illegible]
[illegible] করিয়া [illegible] ।

[illegible] সাহায্য প্রাপ্ত [illegible]
[illegible] রাজা প্রাপ্ত হন এবং [illegible]
দিগের হস্তেই অবশেষে [illegible]
তাঁহার মৃত্যুর প্রায় [illegible]
[illegible] হইবে। [illegible]
প্রায় ২০ বৎসর রাজত্ব [illegible]
হার রাজত্ব কালে [illegible]
[illegible]
[illegible]
[illegible] বিদ্যানুরাগী [illegible]

(১) [illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]

তাহার রাজ্য শাসনের শেষাবস্থায় দিল্লীনগর মধ্যে এক বিষম বিপদ উপস্থিত হয়, তাহা হেতুই মোগল রাজ্য একবারে বিনাশোন্মুখ হইল। পারস্যদেশের বিখ্যাত রণপণ্ডিত নাদির শাহ দিল্লীনগর আক্রমণ করিয়া ঐ নগরের যার পর নাই অনিষ্ট করেন; কেহ বলেন নয় কোটি, কেহ বলেন ত্রিশ কোটি টাকা লইয়া যান। এতদ্ভিন্ন মুক্তা, কাঞ্চন, মণি, মুক্তাদি নির্ম্মিত বহুমূল্য রাশি রাশি দ্রব্যাদি ও কত শত হস্তী, ঘোটকাদিও লইয়া গিয়াছিলেন। শাজাহানের প্রসিদ্ধ ময়ূর আসনও নাদিরের হস্তগত হয়। নাদিরের সৈন্যেরা এক দিবস অবিশ্রামে নগরবাসিদিগের প্রাণ বধ করে। কাহারও কেহ বলেন ৩০,০০০ কেহ বলেন ১২০,০০০ প্রাণিহত্যা হয়। প্রতিগমন কালে নাদির হতভাগ্য মহম্মদ শাহকে সিংহাসনে পুনঃ প্রতিষ্ঠিত করিয়া তাঁহার সহিত এই নিয়ম করিয়া যান যে সিন্ধুর পাশ্চাত্য তাবৎ ভূভাগ পারস্য পতির অধীন হইবে। এই শোচনীয় ঘটনার ৮।৯ বৎসর পরে মহম্মদ শাহ লোকান্তর গমন করিলেন।

মহম্মদ শাহের মৃত্যুর পর আমেদ শাহ, দ্বিতীয় আলমগীর, শা আলম, আকবর শাহ ও বাহাদুর শাহ ইঁহারা ক্রমান্বয়ে সম্রাট উপাধি গ্রহণ করেন। ৬ বৎসর রাজত্ব করিয়া আমেদশাহ রাজ্যচ্যুত হইলেন এবং তাঁহার নয়নদ্বয় উৎপাটিত হইল। ৫ বৎসর রাজত্ব করিয়া দ্বিতীয় আলমগীর স্বীয় মন্ত্রির হস্তে নিহত হইলেন। আলমগীরের মৃত্যুর পর প্রকৃতরূপে কেহই সিংহাসনে আরোহণ করিতে সমর্থ হন নাই। শা আলমের [illegible] সম্রাট উপাধি গ্রহণ কালে, আহম্মদ শাহ [illegible] ও ইংরাজেরা পরস্পর [illegible] লইয়া [illegible] করিতেছিলেন। এই সময়ে আমাদের ইংরাজদিগের [illegible] হয়। ইংরাজেরা তাঁহার পক্ষে [illegible] বার্ষিক বৃত্তি [illegible]। ৮৩ বৎ[illegible] তাঁহার মৃত্যু হইল। তাঁহার [illegible] পর আকবর শাহ সম্রাট উপাধি [illegible] করিলেন। [illegible] বয়সে তাঁহার [illegible] হতভাগ্য বাহাদুর শাহ তাঁহার [illegible] করেন। এই [illegible] ১৮৫৭ অব্দের বিদ্রোহ ঘটনা হও-

য়াতে বিদ্রোহী বলিয়া রেঙ্গুনে প্রেরিত হন।

আর্য্যদর্শনের সম্পাদক[illegible] কালে শাসন [illegible] সম্বন্ধে [illegible]।

যে রাজবংশ সমুদায় ভারতবর্ষ স্বহস্তে রাখিয়া ১৫২৬ (১) খৃষ্টীয় অব্দ অবধি ১৭০৭ (২) খৃঃ অব্দ পর্য্যন্ত রাজদণ্ড ধারণ করিয়াছিলেন, যে রাজ বংশের শাসনকালে ভারতবর্ষ অতুল ঐশ্বর্য্যশালী হইয়াছিল, সেই এ প্রতাপান্বিত রাজবংশ একবারে বিনাশ প্রাপ্ত হইল। সেই স্বাধীন রাজ বংশে জন্মিয়া হতভাগ্য বাহাদুর শাহ বিদ্রোহী বলিয়া রেঙ্গুনে প্রেরিত হইয়া প্রাণত্যাগ করিলেন। কি আশ্চর্য্য সংসারের গতি! সকলই পরিবর্ত্তনশীল। "চক্রবৎ পরিবর্ত্তন্তে দুঃখানি চ সুখানি চ।" ঈশ্বরের নিয়ম চক্রের গতি কেহই প্রতিরোধ করিতে সমর্থ হয় না। সত্য বটে, এই পরিবর্ত্তনশীল জগতে কিছুই স্থায়ী নহে, কিন্তু ভাবি কালের প্রতি লক্ষ্য করিয়া বিবেচনা পূর্ব্বক কার্য্য করিলে সে কার্য্য দীর্ঘকাল স্থায়ী হয় সন্দেহ নাই। মনুষ্যের উচিত যে স্বকীয় কর্ত্তব্য সাধনে শিথিলযত্ন ও অমনোযোগী না হয়। যখন আমরা কার্য্যের ফল ভোগ করিতেছি, তখন কর্ত্তব্য সাধনে যত্নযুক্ত না হওয়া আমাদিগের অত্যন্ত অনুচিত। যদিও ঈশ্বর প্রতিষ্ঠিত পরিবর্ত্তন নিয়মানুসারে কাল বিশেষে মোগল রাজ্যের নিধন অবধারিত ছিল বটে, তথাপি যদি আরঙ্গজেব ও তাঁহার উত্তরাধিকারিদিগের পরধর্ম্মদ্বেষ, আলস্য ও বিলাসপরতাদি কয়েকটি দোষ না থাকিত, তাহা হইলে ১৭০৭ খৃঃ অব্দেই মোগল রাজবংশ লোপ হইত না। যাঁহার পিতার রাজত্বকালে ভারতবর্ষের সমৃদ্ধির ইয়ত্তা ছিল না, তাঁহার নিজ শাসন সময়ে কি জন্য রাজ্য নাশের সূত্রপাত হইল? আরঙ্গজেব অত্যন্ত সন্দিগ্ধচিত্ত ও হিন্দুধর্ম্মদ্বেষী ছিলেন। এই দুটি থাকাতে তাঁহার সেনাপতিগণ ও হিন্দু প্রজাগণ তাঁহার উপরে বিরক্ত হন। তাহাতেই মোগল রাজ্য অচিরে বিনাশ হয়। তিনি যদি স-

বাদশাহ আকবরের ন্যায় [illegible] প্রদর্শন করিতেন, তাহা হইলে [illegible] শাসন কালেই কখন রাজ্য নাশের [illegible] হইত না। ফলতঃ তিনি যদি [illegible] উচ্চপদস্থ রাজকর্ম্মচারিদিগের [illegible] প্রতি লক্ষ্য করিয়া কার্য্য করিতেন [illegible] যে তাঁহার শাসন কালে রাজ্য [illegible] স্থাপিত হওয়া দূরে থাকুক, রাজ্য [illegible] স্থায়ী হইবার মূল দৃঢ়ীভূত হইত। [illegible] এতদ্বিবেচনাই রাজ্য নাশের [illegible] কারণ।

মোগলদিগের রাজ্য বিনাশের [illegible] কারণ এই, কোন এক [illegible] ব্যক্তির প্রতি—সে ব্যক্তি [illegible] হউন আর না হউন—রাজ্য শাসনের [illegible] অর্পিত হইলে যেমন ফলোৎপত্তি [illegible] হয়, সেইরূপ ফলফলাদি [illegible] থাকে। শাসন কর্ত্তার [illegible] হলে, ইষ্টের ভাগ অধিক [illegible] ভাগ অধিক থাকিলে অনিষ্টের [illegible] হয়। ইষ্টের স্রোত অনায়াসেই [illegible] হইতে পারে। কিন্তু অনিষ্টের [illegible] রুদ্ধ করা অতিশয় কঠিন। [illegible] রাজ্যের অতিশয় দুরবস্থা হয়। [illegible] কখন রাজ্যকে সেই দুরবস্থা [illegible] করিয়া মোগলের [illegible] দিয়া যায়। কিন্তু আকবর [illegible] অবস্থায় দুর্গতি দূরতলে [illegible] তাঁহার সদৃশ সম্রাট যদি [illegible] রাজ্যাধিকারী হইতেন [illegible] কখন আরঙ্গজেবের [illegible] উৎপন্ন হইত না। [illegible] [illegible] হইতে [illegible] অতএব নানা [illegible] অবশ্যই হয়। মোগল রাজ্য [illegible] ভিতরে অধিকন্ত এইরূপ [illegible] ঐ বংশ রাজ্যসহ অপকার

(১) বাবর এই অব্দে দিল্লীর সিংহাসনে আরোহণ করেন।

(২) এ [illegible]।

[illegible] মোগলদিগের রাজত্বকালে কি শিল্প[illegible]

[illegible], কি হর্ম্ম্যনির্ম্মাণ, [illegible] ইত্যাদি অনেক বিষয়ের [illegible]

[illegible]

[illegible]নুশীলন হয় নাই। বিদ্যাই প্রজাদিগের [illegible], প্রজাদিগের বলই রাজার বল। বিদ্যার [illegible] থাকিলে কি রণক্ষেত্রে, কি রাজসভায় [illegible] মন্ত্রী পুরোহিতের নিকট, কি মিত্রমণ্ডলী মধ্যে, [illegible] ভিন্নজাতির নিকট সকল স্থানে আপন প্র[illegible] শক্তির পরিচয় প্রদান করিতে সমর্থ হন। [illegible] বিদ্বান হইলে রাজা, কি সচিব কি প্র[illegible] [illegible] কি সৈন্য সংস্থাপন কর্তা কি [illegible] সৈন্যাধ্যক্ষ সর্ব্ব প্রকার যোগ্য লোক [illegible] সে [illegible] হইতে পারেন। প্রজারা বিদ্বান হইলে বাণিজ্যের উন্নতি দেশের কুরীতি [illegible] ধর্ম্মের বিশুদ্ধতা ইত্যাদি মহা[illegible] [illegible] কার্য্য সকল আপনা হইতেই সম্পন্ন হইয়া উঠে। মোগলদিগের অধিকারকালে সেই পরম কল্যাণকারিণী বিদ্যার সম্যক অ[illegible]নুশীলন ছিল না। ইহা তাঁহাদিগের রাজ[illegible] শীঘ্র উৎসন্ন হইবার তৃতীয় কারণ। বিদ্যার অভাবে ঐ বংশের অধিকাংশ ব্যক্তিকে [illegible] ও স্বেচ্ছাচার (১) দেখিতে পা[illegible] [illegible] রাজা স্বেচ্ছাচার হইলে রাজ্য স্থায়ী [illegible] সম্ভাবনা কি?

মোগলদিগের রাজত্ব কালে ভিন্ন ভিন্ন দেশের [illegible] সহিত ভারতবর্ষের বাণিজ্য সম্বন্ধ [illegible] ইহা [illegible] উন্নতি হইয়াছিল একপ বোধ হইতেছে না। না হইবার কারণও লক্ষিত হইতেছে। এক দেশজাত দ্রব্য অন্য দেশে [illegible] তদ্দেশ জাত দ্রব্যের সহিত বিনি[illegible] দ্বারা বাণিজ্যের শ্রীবৃদ্ধি হয়। যে দেশে [illegible] পরিমাণে যে দ্রব্যের অভাব থাকে, সেই [illegible] দেশের [illegible] সেই পরিমাণে ভিন্ন দেশ [illegible] [illegible] দ্বারা আপনাদিগের অভাব পূরণের চেষ্টা করে। ইংলণ্ডে প্রয়োজনো[illegible] [illegible] নামা দ্রব্যের অত্যন্ত অভাব অনু[illegible]ভূত হয়, সুতরাং ইংরাজেরা ভারতবর্ষ, আ[illegible]মেরিকা প্রভৃতি ভিন্ন ভিন্ন দেশে গমনাগমন করিয়া দ্রব্যাদি ক্রয় বিক্রয় করিতেছেন, এই হেতু সেই সেই দেশে বিলক্ষণ বাণিজ্যের শ্রীবৃদ্ধি হইয়াছে। ভারতবর্ষে প্রয়োজনোপ[illegible]যোগি অশন বসনাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হইয়া থাকে, অতএব ভারতবর্ষবাসিদিগের ভিন্ন দেশে বাণিজ্যার্থ গমনের [illegible] ছিল [illegible] [illegible] রাজত্বকালে এই [illegible] হয় নাই। [illegible] [illegible] বাণিজ্য ব্যাপার প্র[illegible]ভাব না থাকিলেও মোগলেরা অপর্য্যাপ্ত অর্থ সংগ্রহ করিয়াছিলেন, কিন্তু ইংরাজদিগের মত মো[illegible]গলেরা যদি ভারতবর্ষে বাস না করিয়া ভারতবর্ষ শাসন করিতেন, তাহা হইলে, উক্ত ধন রাশি ভারতবর্ষে কখনই [illegible] হইত না, সুতরাং ভারতবর্ষবাসিরা তাহার ফল ভো[illegible]গেও সমর্থ হইতেন না।

এই প্রস্তাবের উপসংহার কালে পাঠক[illegible]দিগের স্মরণার্থ এক বিষয়ের উল্লেখ করা যা[illegible]ইতেছে। মোগল সম্রাটদিগের অনেকেই [illegible] সমাসক্তি সত্ত্বেও দীর্ঘকাল জীবিত ছিলেন; ব্যসনাসক্ত না হইলে তাঁহারা আরো কত কাল জীবিত থাকিতেন বলা যায় না।

(১) মোগল সম্রাটদিগের প্রায় সকলেই [illegible] আপন পিতার [illegible] প্রায় [illegible] সংহার করিয়াছেন। অনেক রাজকুমার [illegible] আপন পিতার সহিত যুদ্ধ [illegible] বিলক্ষণ পরিচয় দিয়া[illegible]ছেন। [illegible] [illegible] [illegible] [illegible] সকলে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

পুস্তকপ্রাপ্তি।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি নিম্নলিখিত পুস্তক ও পত্রিকা প্রাপ্ত হইয়াছি।

১। পদ্য পুণ্ডরীক। কুমারখালির বাঙ্গালা পাঠশালার পণ্ডিত শ্রীযুক্ত বাবু হরিনাথ মজুমদার এতৎ প্রণয়ন করিয়াছেন। এই পুস্তকে পদ্যে কতকগুলি নীতিগর্ভ উপদেশ বাক্য সন্নিবেশিত হইয়াছে। পদ্যগুলি বাল[illegible]কদিগের পাঠোপযোগী হইয়াছে। মুজাপুর [illegible] সরকিউলার রোডে বিদ্যারত্ন যন্ত্রে মুদ্রিত। ইহার মূল্য ৵০ আনা।

২। বাল্মীকি রামায়ণের আরণ্য কাণ্ডের বাঙ্গালা অনুবাদ। শ্যামবাজারের বিদ্যালয়ের সংস্কৃতাধ্যাপক শ্রীযুক্ত রামসেবক বিদ্যারত্ন প্রণীত। ইহা কলিকাতা [illegible] মুদ্রিত হইয়াছে। মূল্য [illegible] [illegible]

[illegible] [illegible]

[illegible] আমরা দুটী কারণে [illegible] হইলাম। এক, এরূপ থাকিলে বাঙ্গালা ভাষার এই নূতন [illegible] হইতেছে, একজাতীয় [illegible] লাভ সম্ভাবনা আছে। দ্বিতীয়, ইহা অতি সং[illegible] [illegible] ও [illegible] রীতিতে লিখিত হই[illegible]তেছে। শ্রীযুক্ত বাবু [illegible] ইহার সম্পাদকতা-ভার গ্রহণ করিয়াছেন। ইহা কলিকাতা মুজাপুর [illegible] লেন ১ নম্বর বাটীতে প্রকাশিত হইতেছে।

৪। অমৃতপ্রবাহিণী। এখানি মাসিক প[illegible]ত্রিকা। ইহাতে বিজ্ঞানাদি ঘটিত বিবিধ বিষয় লিখিত হইতেছে। লেখা মন্দ হইতেছে না। আমরা বিলক্ষণ [illegible] করিয়া দেখিয়াছি, এখন অনেকে বিষয়ে ভাল লোকে হস্তক্ষেপ করিতেছেন। অমৃত[illegible]প্রবাহিণী মনোহর হইতেছে; ইহাও এদে[illegible]শের একটী শুভ লক্ষণ বলিতে হইবে। এত দিন মফঃস্বলে [illegible] বিষয় সম্বন্ধের [illegible] সম্ভাবনা ছিল না।

বিবিধ সংবাদ।

২২এ পৌষ সোমবার।

কানাডায় এক প্রকার রেসমের গাছ অ[illegible]বিষ্কৃত হইয়াছে। ইহার আঁশ তুলার অপেক্ষা লম্বা ও শক্ত। উজ্জ্বলতায় বিলক্ষণ ইহা রে[illegible]সম ও সাটিন অপেক্ষা উৎকৃষ্ট।

বোম্বাইয়ের ছোট আদালতের বিচার[illegible]পতি বাবু মানকজি কর্সেটজী উক্ত নগরের সরিফ হইবেন। ক্রমে এই দৃষ্টান্ত যেন কলি[illegible]কাতায় অনুসৃত হয়।

উক্ত প্রেসিডেন্সির ব্যবস্থাপক সভা [illegible] [illegible] মাত্রকেই অবৈতনিক [illegible] করিবা[illegible] এক বিল করিয়াছেন। প্রস্তাবটী [illegible] বটে কিন্তু জমীদারদিগের অনেকের [illegible] [illegible] দূরীভূত হয় নাই। তাহা যত দিন না হইতেছে, তত দিন এ প্রস্তাব বিধিবদ্ধ হইলে বরং অনিষ্ট ঘটিবার সম্ভাবনা আছে।

[illegible] [illegible] হইতে [illegible] করিয়াছেন, [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] নদীর [illegible] হইয়াছে।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] উপযুক্তকাল [illegible]
[illegible] মহারাজ [illegible] কর্মন [illegible]
[illegible]
, তাঁহা [illegible] সর্ব্বাধ্যক্ষ [illegible]
[illegible] পীড়ার অভিশয় [illegible]
[illegible] কিন্তু সব আসিষ্টান্ট সরজন [illegible]
[illegible] একজন মাত্র [illegible] উপরে
[illegible] ভার পতিত হইয়াছে। [illegible]
[illegible] হইতেছে না। [illegible]
[illegible] গবর্ণমেন্টের [illegible] ভার
[illegible]

১৩এ পৌষ মঙ্গলবার।

শুনা গেল বোম্বাইয়ের প্রতিনিধি আর- [illegible] সাহেব ব্যবস্থাপক সভা ত্যাগ করিয়া [illegible] নগরের প্রধানতম বিচারালয়ের অন্য- [illegible] জজ হইতেছেন। আয়ুষ্টিন সাহেব [illegible] বিষয়ে [illegible] প্রিয়পাত্র [illegible] ছিলেন। তাঁহার ব্যবস্থাপক সভা পরিত্যা- [illegible] আমাদিগের শোকের বিষয়।

গত কল্য নিম্নলিখিত টাকার মণিকেন [illegible] বিক্রীত হইয়াছে:—

	নিক্ষুক	প্রতিনিক্ষুক	মোটটাকা
[illegible]	[illegible]	[illegible]	[illegible]
[illegible]	[illegible]	[illegible]	[illegible]

সিবিলিয়ানেরা সর চার্লস উডের নি[illegible] যে আবেদন করিয়াছিলেন তদ্বিষয়ে [illegible] সম্পূর্ণ রূপে কৃতকার্য্য হইতে পারেন নাই [illegible] তার কয়েক অংশ মাত্র সফল হইয়াছে [illegible] তাঁহারা প্রত্যেকে বাৎসরিক ৬০০০ টাকা পেন্সন [illegible] পাইতে পারিবেন। পেন্সন পাইবার সময় [illegible] পূর্ব্বমতই রহিল।

সর চার্লস উড ভারতবর্ষীয় রণতরিদল [illegible] তুলিয়া দিবার আজ্ঞা পাঠাইয়াছেন। [illegible] অফিসর ও নাবিকেরা পেন্সন পাইবেন। এস্থলে [illegible] বলা আবশ্যক পূর্ব্বতন কোম্পানির সে [illegible] দলের আফিসরদিগের প্রতি যে প্রকার [illegible] অবিচার করা হইয়াছে, এবিষয়ে সেরূপ [illegible] হইবে না, সকলেই যথেষ্ট বৃত্তি পাইয়াছেন।

সম্প্রতি [illegible] নিকটে [illegible] নামক [illegible] জাহাজ ভগ্ন হইয়াছে, তাহাতে [illegible] একদিন আসিতেছিলেন। তাঁহার ক-

[illegible] ব্যক্তিদিগকে আর [illegible]

[illegible] হইতে সংবাদ পাই [illegible] সম্প্রতি দুর্বৃত্তেরা এক দল পুলিসকে আক্রমণ করিয়া এক জনকে হত ও [illegible] এক জনকে আহত করিয়াছে, [illegible] জন সিপাহী হত হইয়াছে। কিন্তু [illegible] যুদ্ধ করিয়া অপরেরা পলায়ন করিয়াছে।

মান্দ্রাজ টাইম্‌স বলেন তত্রত্য [illegible] সর চার্লস ট্রিবিলিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশার্থ সম্প্রতি যে সভা হয়, তাহাতে সাধারণ শ্রেণির লোকে আগ্রহাতিশয় সহকারে উপস্থিত হইয়াছিলেন। সকলেই পূর্ব্বতন শাসন কর্ত্তার প্রতি শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করিয়াছেন। উক্ত নগরে কখন একরূপ সভা হয় নাই তথাপি সর্ব্বদাই বলা হইয়া থাকে, ভারতবর্ষীয়দিগের কৃতজ্ঞতা নাই।

হরকরা বলেন লাটোর সাহেবের মৃত্যু হওয়াতে সাহাবাদের মাজিষ্ট্রেট ও কালেক্টর [illegible] সাহেব ২৪ পরগণার জজ হইলেন। হাইট সাহেব পুনর্ব্বার ২৪ পরগণার কালেক্টরের পদ পাইলেন।

আলাহাবাদ গেজেট বলেন মান্দ্রাজের প্রধান সেনাপতি সর হোপ্‌ গ্রান্ট উত্তর পশ্চিমাঞ্চলে ভ্রমণ করিতে আসিবেন। যাবতীয় সেনাপতি ও গবর্ণর জেনরল যখন এক স্থানে [illegible] করিতেছেন তখন তাঁহার কোন গোপনীয় অর্থ থাকে।

লক্ষ্ণৌর ইউরোপীয় স্ত্রীলোকেরা তাঁর [illegible] শিক্ষা করিবার অভিপ্রায়ে এক সভা করিয়াছেন। উচিত।

নবীনচন্দ্র পাল নামক এক ব্যক্তি বামা নাম্নী এক বেশ্যার বাটীতে মধ্যে মধ্যে গমন করিত। সম্প্রতি সে তাহাকে একাকিনী পাইয়া তাহার মুখ বাঁধিয়া প্রায় ২ টাকা লইয়া পলায়ন করিতেছিল কিন্তু তথাকার প্রতিবাসিরা তাহাকে ধরিয়া পুলিসে দিয়াছে। উক্ত ব্যক্তিকে সেসিয়নে সমর্পণ করা হইয়াছে। এই প্রকার সংবাদ সর্ব্বদা শুনিতে পাওয়া যায় কিন্তু এই দুষ্কৃতিশালী ব্যক্তিদিগের প্রতি গুরুতর দণ্ডবিধান না করা হয় কেন?

আমরা সর্ব্বদা দেখিতে পাই, ইউরোপীয়

[illegible]
[illegible] পুলিসে [illegible]
[illegible]
[illegible] ব্যক্তিদিগকে [illegible]
[illegible]
[illegible]

আমরা [illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible] প্রধান [illegible]
[illegible]
[illegible] বটে, কিন্তু তিনি [illegible]
সেনাদলের সেনাপতি হইবার [illegible]
পাত্র। [illegible]
আছে। যাহাতে সেনাগণের [illegible]
পোষিত হয়, তদ্বিষয়ে তিনি [illegible]
[illegible]
[illegible]

[illegible]
[illegible] আফিস [illegible]
[illegible] আফিসের [illegible]
কলম প্রভৃতি ক্রয় করিয়া [illegible]
ব্যয় সংক্ষেপ হইবে [illegible]
হইবে না।

ইংলণ্ডে সম্প্রতি [illegible]
[illegible] ও একটি [illegible]
[illegible] পাত্রে [illegible]
[illegible] কাগজে [illegible]
[illegible]
[illegible]
[illegible]

সম্প্রতি ইংলণ্ডের প্রধান বিচারপতি [illegible] লণ্ডনের কয়েক [illegible] দণ্ডবিধান করিয়াছেন [illegible]। তিন জন [illegible] হইয়াছে। তিনজনের ২০ [illegible] দশ বৎসর করিয়া [illegible] বর্ষীয় স্ত্রীর [illegible] ২ সংসরের যুবতী [illegible] চাবুক [illegible] দিয়াছেন যদি একবার [illegible]

[illegible] বিবাহিত বা [illegible] দিগকে [illegible] গুরুতর দণ্ড দিবেন। [illegible] এই [illegible]দিগের [illegible] [illegible]তাৎপর্য্য"।

ইটালীর মহামন্ত্রী [illegible] প্র[illegible] হইয়াছে। রাজা [illegible] অধিকার [illegible] প্রতিজ্ঞা করিয়াছেন। গারিবল[illegible] ক্রমশঃ স্বাস্থ্য লাভ করিতেছেন।

আবোধ্যা [illegible] নামক [illegible] একজন [illegible] টৈলিক এক আফিসরের বস্ত্র ও অল[illegible] অপহরণ করিয়া পলায়ন করিয়াছে, [illegible] ব্যক্তির কোন অনুসন্ধান হয় নাই।

করেকদিবসাবধি কলিকাতার গঙ্গা হইতে [illegible] মৎস্য আসিতেছে। ভুঁড়িয়া হইতে [illegible] প্রায় প্রত্যহ ধীবরেরা মৎস্য [illegible] আইসে।

২৬এ পৌষ বুধবার।

[illegible] বিসমরিদিগের এক সভা [illegible]য়াছিল। [illegible] বিশপ [illegible] পর করেক [illegible] এতদ্দেশীয় [illegible] বিলমারিদিগের নিন্দা [illegible]। একজন বিলাতী [illegible] তাঁহাদিগ[illegible] [illegible] করিয়াছেন [illegible] বিশেষ [illegible] উল্লিখিত হইয়াছিল। যাহা হউক, [illegible]দিগের প্রশংসার বিষয় এই তাঁহারা [illegible]দিগকে কেমন [illegible] করিয়াছেন। [illegible]দেশীয় বাবতীয় [illegible] অবমাননা [illegible] নাই। এতদ্দেশীয় [illegible] মধ্যে মধ্যে [illegible]দিগের নিন্দা করেন। ইহার কোন [illegible] নাই আমাদিগের ও এরূপ বোধ হয় [illegible]। যদি কারণ থাকে, মিসনরিরা তাহার [illegible] না করেন কেন?

[illegible] গার্ডিয়ান নামক এক খানি [illegible] সমাচার পত্রে সর চার্লস উডকে এই [illegible] দিয়াছেন তিনি ভারতবর্ষীয় রে[illegible] জন্য ক্রমাগত ইংলণ্ড হইতে নগদ [illegible] প্রেরণ করিতেছেন তথায় [illegible] সম্ভাবনা। আশু[illegible] বিষয় [illegible] সর চার্লস উডের পক্ষ [illegible] করিয়াছেন। তিনি বলেন রেইলওয়ের [illegible] যে সকল টাকা [illegible] ইংল[illegible] থাকে। [illegible] ভারতবর্ষ গবর্ণমেণ্ট [illegible]। তিনি

যে সময় [illegible] তাহার আজ্ঞা ভারতবর্ষীয় [illegible] দেশের বণিকদিগের নিকটে টাকা [illegible] পূর্ব্বক [illegible] "এ [illegible] সর চার্লস উড মি[illegible] [illegible], [illegible] এই এক দল [illegible] [illegible] করিবার চেষ্টায় আছেন! হঠাৎ এরূপ [illegible] পরিবর্ত্ত কেন?

এক জন অন্ধ ফিরিঙ্গী বারণ না শুনিয়া গবর্ণমেণ্ট বাটীতে যাইতেছিল, তাহাকে ধরিয়া পুলিসে [illegible] হয়। তাহার হস্তে এক খানি বড় ছুরি ছিল। মাজিষ্ট্রেট কারণ জিজ্ঞাসা করিলে সে উত্তর দিল আমি [illegible] সাহেবকে সেলাম করিতে গিয়াছিলাম। পুলিস কমিসনর ছুরিখানি নীলাম করিয়াছেন, এবং মাজিষ্ট্রেট তাহাকে সতর্ক করিয়া ছাড়িয়া দিয়াছেন। কহিনূর কি বিল গবর্ণর জেনরলের বাটীর কোন্ কোণে লুক্কায়িত আছে, বোধ হয় এব্যক্তি তাহারই অনুসন্ধান করিতে গিয়াছিল।

ফিনিক্স ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের অকৃতজ্ঞতার একটি উদাহরণ প্রদর্শন করিয়াছেন। বিদ্রোহের সময়ে যখন সেনাপতি হাবেলকের কাণপুরে খাদ্য সামগ্রীর অভাব হয়, তখন লালা ঈশ্বরীপ্রসাদ বিস্তর দ্রব্য ও নগদ টাকা দিয়াছিলেন। সিপাহীরা তন্নিমিত্ত তাঁহার বাটী লুঠ করিয়া ১২ লক্ষ টাকা লয়। ইহার পূর্ব্বে তাহারা একবার ১০,০০০ টাকা লইয়াছিল। গবর্ণমেণ্ট লালার এ ক্ষতিপূরণ না করিয়া আলাহাবাদের নিকটে তাঁহাকে ১০০০ টাকা [illegible] মালগুজারি হয় এরূপ একটি গ্রাম দিতে চাহিয়াছিলেন, লালা ঈশ্বরীপ্রসাদ ইহা লইতে অসম্মত হইয়া ইংলণ্ডে আপীল করিয়াছেন। গবর্ণমেণ্ট ক্ষতিপূরণ করিবেন সন্দেহ নাই। কিন্তু তাঁহাদিগের একটি বিশেষ দোষ এই, বিলম্ব করাতে তাঁহাদিগের বদান্যতার অর্দ্ধেক ফল লোপ হয়।

২৮এ পৌষ বৃহস্পতিবার।

ইংলিসম্যানের এক জন সংবাদ দাতা বলেন সুলতান আবদুল আজিজ [illegible] হইয়াছেন। তিনি যাবতীয় সেনাপতি ও সৈনিকদলকে অপরিমিত অর্থ দান করিয়াছেন। এক্ষণে [illegible]র একটী স্ত্রীর পরিবর্ত্তে ৫০ টী হইয়াছে। [illegible] বা একথা এই প্রথম [illegible]।

[illegible] ইংরাজদিগের [illegible] [illegible] কমিসনরকে আজ্ঞা দিয়াছেন, তিনি [illegible] [illegible]কে সকল [illegible] করিবেন [illegible] যেন সকল স্থানে এক একটী সভা হয়। এতদ্দে[illegible] শীয় ও ইউরোপীয় সকলেই ইহাতে [illegible] [illegible]বেন। [illegible] মজুরদিগের [illegible] জন্য চাঁদা করা তাঁহার উদ্দেশ্য। [illegible] বাকী টাকার কি হইল?

গোয়ার পর্ত্তুগিজ শাসনকর্ত্তা উক্ত নগরকে একটি তুলার বন্দর করিবার বিশেষ চেষ্টা [illegible] ইতেছেন। ব্রিটিশ অধিকার সীমা অর্দ্ধ [illegible] পর্য্যন্ত একটি রাস্তা হইয়াছে। করেক জন ইং[illegible] রাজ ও আমেরিকার তুলকর বিস্তর ভূমি [illegible] করে তুলা কর্ষণের জন্য পাইয়াছেন [illegible] এক্ষণে এক স্থানে নিরুদ্ধ নহে।

নিউজিলাণ্ড হইতে সমাচার আসিয়াছে তথা[illegible] অদ্যাপিও গোলযোগ চলিতেছে। দেশীয় [illegible] দিগের অনেকে এক জন পরাক্রান্ত রাজার [illegible] কার্য্য করিতেছে। শাসন কর্ত্তা সর জর্জ [illegible] কিছুতেই সদ্ভাব স্থাপন করিতে পারিতেছেন না।

কহিনূর বিল বিধিবদ্ধ না হওয়াতে গবর্ণমে[illegible] ১৮৫৯ অব্দের ১৩ আইন বঙ্গদেশের করেক[illegible] ও উত্তরপশ্চিমাঞ্চলের অনেক জেলায় প্রচলি[illegible] করিতেছেন। অগ্রে টাকা লইয়া যে মজুর কথা[illegible] মত কার্য্য করিবে না, ইহাদ্বারা তাহার [illegible] হইবে। শ্রমের মূল্য বৃদ্ধি হওয়াতে মজুরদিগের যে রূপ সুবিধা হইয়াছে, দুর্ভিক্ষ উপস্থিত না হইলে আর দাদন লইবার প্রয়োজন হয় না।

মান্দ্রাজে ওলাউঠা আরম্ভ হইয়াছে। সর চারলস ট্রিবিলিয়ান [illegible] পরিত্যাগ করি[illegible] যে সকল সদুপায় করিয়া যান, বোধ হয় [illegible] সকলের প্রতি নূতন গবর্ণরের তত মনোযোগ নাই।

শিয়াল দহের বাজার শীঘ্র শীঘ্র প্রস্তুত হই[illegible]তেছে। রেইলওয়েষ্টেসনের ন্যায় তাহার [illegible] র ছাদ ও লৌহ থাম হইবে। ইহা দীর্ঘে ৩০[illegible] ও প্রস্থে ৬০।। হস্ত।

প্রধানতম বিচারালয়ের বিখ্যাত ব্যারিষ্টার [illegible] সাহেব রেঙ্গুনে ওকালতি করিতে বসিয়াছেন। ১৮৫৯ অব্দের ৮ আইন ঐ বিচারালয়ে প্রচলিত হইয়াছে। পূর্ব্বতন ডিক্রী, মোকদ্দমা না থাকাতেই ব্যারিষ্টারদিগের উপ[illegible]দের [illegible] ব্যাঘাত হইয়াছে।

বঙ্গদেশীয় ব্যাঙ্কের অংশ বাণ্মাসিক ডিভিডেণ্ড প্রকাশ পাইয়াছে। অংশীরা শতকরা [illegible] টাকা এবং ১২ টাকা মাত্র পাইয়াছেন।

[illegible] [illegible] দিয়াছেন। [illegible] [illegible] [illegible] এবং [illegible] তিন দিনের [illegible] ও [illegible] হইয়াছে।

[illegible] [illegible] বালিকাবিদ্যালয়ের পরী- [illegible] সাহেব বলিয়াছেন "আমি [illegible] [illegible] শিক্ষার এই সংস্কার হইবে যে তাহারা আপন আপন [illegible] দিয়া শিক্ষা না করাইলে [illegible] এরূপ যে এ দেশের প্রতি কর্ত্তব্য কর্ম হইবে না, এ [illegible] অভাব।

গবর্ণর জেনেরল [illegible] [illegible] [illegible] [illegible] করিবেন। [illegible] [illegible] [illegible] দিল্লী এ [illegible] দরবার হইবে।

দিল্লীতে স্ত্রী শিক্ষার [illegible] হইতেছে। নগরে দুইটি ও উপনগরে পাঁচটি বিদ্যালয় হইয়াছে। গড়ে প্রত্যহ ১৬০ টি বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়। গবর্ণমেণ্টের এসময়ে কিঞ্চিৎ [illegible] আবশ্যক।

বোম্বাই গার্ডিয়ানের এক জন সংবাদদাতা [illegible], উক্ত প্রেসিডেন্সির রেইলওয়ের ইউরোপীয় শিল্পী ও মজুরেরা রবিবারে মদ্যপান ও [illegible] করিয়া কাটায়। সম্প্রতি দুই জন মজুর [illegible] [illegible] এক জন গুরুতর [illegible] আহত হইয়াছে। রেইলওয়ের একি নূতন কথা?

[illegible] বলেন [illegible] [illegible] [illegible] [illegible] লইয়া কলিকাতায় আসিতেছেন, তিনি [illegible] [illegible] [illegible] পূর্ব্বে গবর্ণর জেনেরলের [illegible] উপস্থিত হইবেন। [illegible] [illegible] [illegible] দর্শন করিয়া [illegible] [illegible] যান [illegible]।

নিম্নলিখিত সমাচার গুলি ফ্রেণ্ড অব ইণ্ডিয়া হইতে লওয়া গেল:—

[illegible] এল, এ, উপাধির পরীক্ষোত্তীর্ণ হইয়াছে—

	প্রথমশ্রেণী	দ্বিতীয়শ্রেণী
প্রেসিডেন্সিকালেজ	৭	২৩
হুগলী	০	১১
[illegible]	০	৮
কৃষ্ণনগর	১	৯
[illegible]	০	১
[illegible]	০	২
[illegible]	০	১
[illegible]	০	৪
[illegible]	১	১
[illegible]	১	২
[illegible]	১	২
[illegible]	০	৩
[illegible]	০	৫
[illegible]	২	১
[illegible]	০	৩
[illegible]		৩
[illegible]	০	৩
[illegible]	০	২
[illegible]	০	০

[illegible] গবর্ণমেণ্ট অনুগ্রহপূর্ব্বক [illegible] [illegible] পরীক্ষা বন্ধ করিয়াছেন। আমরাও একথা বলি।

[illegible] কোম্পানি অংশিদিগকে [illegible] টাকা লাভ দিয়াছেন। তাঁহাদিগের মত সম্পত্তি, এত অনেক বাক্যের নাই। মূল ধন আড়াই কোটি ও সাড়ে তিন কোটি টাকার [illegible] আছে। বৎসরে তাঁহাদিগের ২,২২,৩৯ ৯৬৯ টাকা আয় হয়, ব্যয় বাদে তাঁহাদিগের [illegible] ১৫ ৯১ ০৫০ টাকা থাকে। যে জাতির বাণিজ্য আছে তাহাদিগের পক্ষে কিছুই অসম্ভব নহে।

[illegible] গবর্ণমেণ্ট ইংরাজ ও ফরাসী দিগের সহিত চীন সম্রাটের সহায়তা করিতেছেন।

উক্তপত্র ইচ্ছা করেন [illegible] [illegible] অথবা লার্ড [illegible] সরচারলসউডের কর্ম্মে নিযুক্ত হন। কারণ "তাঁহাদিগের [illegible] বুদ্ধি নাই অতএব তাঁহারা ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের (অর্থাৎ লেইনদের [illegible] হস্তের) [illegible] [illegible] করেন"। আমরাও তাই বলি, সর চারলসউড আমাদিগের [illegible] চক্ষু বুঝিতে পারেন নেই [illegible]

২৬এ পৌষ শুক্রবার

মান্দ্রাজ ও তন্নিকটবর্ত্তি [illegible] [illegible] তি অত্যন্ত বৃষ্টি হইয়াছে। [illegible] কর্দ্দম হইয়াছে যে [illegible] [illegible] ন, সমুদ্রের কূল স্থানে স্থানে [illegible] হইয়াছে এবং এক স্থানে টেলিগ্রাফের খুঁটি পড়িয়া গিয়াছে।

মান্দ্রাজগবর্ণমেণ্ট তত্রত্য পঞ্চালের [illegible] গের অবস্থান [illegible] সুবিধার জন্য [illegible] টাকা দিয়াছেন।

টাইম্স অব ইণ্ডিয়া হরকরার [illegible] সংবাদ দাতা [illegible] কর্জন সাহেবের বিরুদ্ধে লিখিয়াছেন, এই [illegible] পদে (হরকরার কার্য্য সম্পাদনে) তিনি অকীর্ত্তি [illegible] করিয়াছেন। তাঁহার এদেশে জন্ম অথচ তাঁহার ন্যায় এত দেশীয়দিগের হিতকারী আর নাই। আমাদিগের মতে তাঁহার সদৃশ লোকেরা সম্পাদকের কার্য্য ত্যাগ করিলে ভাল হয়, এ কার্য্য করিতে হইলে ইহার ভার অন্যের হস্তে দেওয়া কর্ত্তব্য, অতিশয় দুঃখের বিষয় যে যথার্থ ইউরোপীয় অপেক্ষা [illegible] এতদ্দেশীয়দিগকে অধিক ভাল [illegible] থাকেন। [illegible] [illegible] কথাটিও আছে।

[illegible] গবর্ণমেণ্ট আজ্ঞা করিয়াছেন, [illegible] হইতে [illegible] পর্য্যন্ত [illegible] [illegible] হইবে তাহা হইতে [illegible] [illegible] না। [illegible] [illegible] [illegible] রেইলওয়ের [illegible] [illegible] ন্যায় ইহার [illegible] [illegible] আপনি [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] দিয়া দিল [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] ঘোষ বাবু [illegible] [illegible] গবর্ণমেণ্টের [illegible] [illegible] [illegible] বাবু উপযুক্ত [illegible] কিন্তু তাঁহা অপেক্ষা [illegible] [illegible] পাওয়া ছিল।

উক্ত পত্র এক ব্যক্তি [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] আপন প্রজাদিগকে [illegible] ভূমি [illegible] করিয়া নীল [illegible] করিতে উৎসাহ দিতেছেন। [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] এদেশে ভূমি [illegible] করিতে [illegible] দিয়াছেন। ভারতবর্ষ [illegible] [illegible] হইয়া উঠে এই [illegible] হইতেছে।"

২৭এ পৌষ শনিবার

লাহোর [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] করিয়াছেন। [illegible] [illegible] দেশে বৈবাহিক সম্বন্ধ হইবে [illegible]

গবর্ণমেণ্টের [illegible] [illegible] [illegible] রেইলওয়ে কোম্পানি [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] হইয়াছে [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ইউরোপীয় সংখ্যা [illegible] [illegible] [illegible] বৃদ্ধি হইয়াছে [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] অর্থাৎ ১১২ [illegible] [illegible] [illegible] হইয়াছে।

ইউরোপীয় সমাচার।

[illegible] [illegible] ডিসেম্বর নিউইয়র্ক ২৯এ নবেম্বর [illegible] [illegible] কোন যুদ্ধ হয় নাই। [illegible] [illegible] [illegible] পর্য্যন্ত [illegible] [illegible] হইয়াছে। উত্তর কারোলিনার [illegible] [illegible] [illegible] সেনাদিগকে, [illegible] [illegible] দিয়াছে। [illegible] গবর্ণমেণ্টের [illegible] [illegible] (৩০০) সেনাকে বন্দীকৃত করিবার [illegible] পায় কিন্তু কৃতকার্য হইতে পারে নাই [illegible]

…ন বিদ্রোহীদিগের তাঁ দলবদ্ধ সেনাকোম্পানি প্রভৃতি ত্যাগ করিয়াছে। ফিনিসিয়ান্ অঙ্গ-রাগি হবন বিল্ বিদ্রোহিদিগের হস্তগত হই-য়াছে। তাহারা কেনেসির অন্তর্গত ভূমা স্থানার সম্মুখে হইয়াছে। ব্রোকেন প্রভৃতি স্থানেও সা-বল করিতে অক্ষম হইয়া তাঁ পারেন ইং-রাজদিগের ইচ্ছা। মিউইয়র্ক ট্রিবিউন এডা-মংটনের কোন এধানে লোকের নিকটে প্রেরণ করিয়াছেন ইংরাজ গবর্ণরের অধ্যক্ষ জেনারেল বলেভী একজন আমেরিকের আলা বাম'কে ধৃত করিতে প্রস্তুত হইয়াছেন। মিউইয়র্ক প্রভৃত-স্থানের লোকদিগের এক মহাসভা হইবে। ফি-য়ছে। অনেকে বক্তৃতা করিয়াছেন অন্ততঃ যুদ্ধ করিয়া উত্তর বিভাগকে একত্রিত করিবার চেষ্টা করা কর্তব্য।

অনেকে অনুমান করিতেছেন উত্তর ও দক্ষিণ বিভাগ পুনর্ব্বার এক হইয়া ইংলণ্ডের সহিত যুদ্ধ করিবেন। যাকিনসের পররাষ্ট্র-বিভাগ প্রভৃতির কার্য্য হইয়াছে। সংবাদ পত্র সকল, মিসনরিরা ও বক্তারা সকল সময়ে এ সম্বন্ধে ইংলণ্ডের প্রতি শত্রুতাব প্রকাশ করি-তেছেন। লোকে তাহাদিগের অনুমোদন করি-তেছে, অনেকে বার বার ধারণ করিবার চেষ্টা করিয়াছে। বিদ্রোহীরা দক্ষিণ আলো আমের অন্তঃপাতি বেকোর্ট হইতে পুনর্ব্বার উত্তর বিভাগে শাসন দ্বারা মহাপ্রান্ত প্রবেশ করিয়া-ছিল। সাদেরা পার্লিয়ার পত্র বলেন যুদ্ধ ভরির অধ্যক্ষ-উইলসন শাসন কর্তার আজ্ঞা না থাকিয়া বলপূর্ব্বক ওয়ার্ণ সমরে আদেশ করি-বার যাবত প্রার্থনা করেন। কিন্তু সেবের [illegible] উপ-কূল হইতে এক সাময়িক সিপ (প্রাপ্তি মুক্তিদোষ) দূরে অবস্থিতি করেন। পার্লিয়ার পত্র অনুমান করেন উইলকসের অধিবেশনের অনুরূপ ইংলণ্ড ও আমেরিকার সহিত যুদ্ধ হইতে পারে।

উক্তপত্র আরও বলেন আমেরিকার গবর্ণ-মেণ্টেরকারার অক্টোবরের কারেন্সে ইংলণ্ডের মহারাজার ঘোষণার বিরুদ্ধে আসেন অথাডের অত পাঠ আংকোর। ঘিকে এক খানি বিদ্রোহী জাহাজ (দুই মাস্তুলে আবদ্ধ) ধৃত করিয়াছেন। মহাসভার পুনর্ব্বার অধিবেশন হইয়াছে। সভাপতি লিঙ্কন বলিয়াছেন ১৯০০ শতাব্দী পূর্ণ হইবার পূর্ব্বে যে সকল স্থানের অধিবাসীর বাদিয়া দাস দিগকে মুক্ত করিবেন তাঁহারা প্র-ত্যেক হইবার জন্য ক্ষতি পূরণ পাইবেন। উত্তর আমেরিকার সেনা রক্ত বর্ণ বস্ত্র পরিধান করিতেছেন। [illegible] মেন্টের এক ব্রিগেড সেনা যুদ্ধ [illegible] বিদ্রোহীবা বিনা লোক সংহা-রের আশ্রয় হইতে দূরীভূত করিয়াছে। এ [illegible] ইংলণ্ড ঐ নিমন্দেশকে আধীন [illegible] অর্পণ করিবেন।

নিদর্শনে প্রাপ্ত বিদ্রোহ। ইংলণ্ড ও ফ্রান্স পোপের শাসনে [illegible] কুর্ফি সাওকে দোষ নিমন্ত্রণ পাইবার [illegible] বলিতেছেন। উক্ত বিভাগ হইতে [illegible] এক দল সেনা প্রেরিত হইয়াছে।

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

২৬এ পৌষ বুধবার।

সিলেক্ট কমিটি [illegible] দেওয়ানী আদালত সমূহের [illegible] কার্য্য প্রণালী স্থির ও উক্ত প্রদেশে কোন কোন আইন প্রচলিত করিবার বিলে যে রিপোর্ট করিয়াছেন হ্যারিংটন সাহেব তাহা সভায় অর্পণ করিলেন। তিনি অপর এক সিলেক্ট কমিটির নিম্ন লিখিত রিপোর্ট প্রদান করিলেন— নিয়ম বহির্ভূত প্রদেশে হইতে প্রিভি কৌন্সিলে কোন কোন মোকদ্দমার আপীল হইবে।

মিজাপুর প্রভৃতি পুলিসের বিল।

লার্ড এলগিন ও ব্রহ্মদেশীয় রাজার সহিত যে সন্ধি হইয়াছে তদ্বিষয়ে একটি আইন করা আবশ্যক এ বিষয়ে মেইন সাহেব এক বিল অর্পণ করিবার প্রস্তাব করিলেন। তিনি আরও দারজিলিঙ উপনিবেশে দেওয়ানী মোকদ্দমা করিবার বিল অর্পণ করিবার অনুমতি চাহি-লেন।

মির্জাপুর প্রভৃতি স্থানের মিউনিসিপাল কমিসনরদিগের কতক কিছু অধিক দিন রাখি-বার বিষয়ে যে বিল হইয়াছে তিনি তাহা সভায় অর্পণ করিলেন।

. জেনরা [illegible] পনিবেশ সেই জাতিতে স্থলি প্রেরণের বি[illegible] ও মেইন সাহেবের দ্বারা অ-র্পিত হইল

বা[illegible]য় ব্যবস্থাপক সভা।

১০এ পৌষ শনিবার।

অ্যাডবোকেট জেনেরল বলিলেন মিউনিসি-পাল বিলে সিলেক্ট কমিটির মত ভেদ হওয়াতে তাহা ফিরাইয়া লওয়া হইতেছে।

ইডেন সাহেব বলিলেন এবিষয়ে এক নূতন বিল হইতেছে, ইহাদ্বারা অবৈতনিক মাজি-স্ট্রেটেরা নগরের লোকদিগের উপরে কর্তৃত্ব করিতে পারিবেন।

কলিকাতায় ধূম দ্বারা লোকের কষ্ট না হয় এবিষয়ে যে বিল হইয়াছে তদ্বিষয়ে সিলেক্ট কমিটির রিপোর্ট ইডেন সাহেব সভায় অর্পণ করিলেন।

মাতলের [illegible] আদায় করিবার বিল বিধি-বদ্ধ হইল।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

৩১এ ডিসেম্বর—চব্বিশপরগণা ও হুগলির আসিস্টান্ট জজ ই জি ব্রিড সাহেব বর্দ্ধমানের পূর্ব্ববিভাগে সিবিল জজের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

যতদিন অবলিঙ্ক অ্যাসলিউ সাহেবের অনুপস্থিত থাকিবেন ততদিন এচ এম বিবার্ড সাহেব আসামের জুডিসিয়াল কমিসনর থাকিবেন।

বিহারের ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর জে আর আড [illegible] সাহেব [illegible] এবং ইন্টেলিজেন্স [illegible] হইয়াছেন।

ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালে[illegible] আর এচ ডি আর্চিবল সাহেবের মেজিষ্ট্রেট [illegible] কমের কার্য্যভার প্রাপ্ত হইয়াছেন এবং [illegible] অব্দের ১৬ আইনের ১ ধারানুসারে [illegible] তাঁহার নিজ ক্ষমতা ক্রমে কার্য্য করিবেন।

পূর্ণিয়ার এসিষ্টাণ্ট ডেপুটি ম্যাজিষ্ট্রেট ডেপুটি কালেক্টর মৌলবী আবদুল [illegible] জপুরে বদলি হইয়াছেন। তিনি ঐ প্রদেশে [illegible] কারী থাকিবেন (১৮৬১অব্দ ২৫ আইন [illegible] ২২ ধারানুসারে প্রথম শ্রেণীর সর্ব্বোচ্চ ম্যাজি[illegible] ষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

ডেপুটি ম্যাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর [illegible] লবী আবদুল করীম [illegible] পুর সবডিভিজন[illegible] র কার্যপ্রাপ্ত হইয়াছেন বলিয়া শুধুই ম্যাজিষ্ট্রে[illegible] টের সম্পূর্ণ ক্ষমতানুসারে কার্য্য করিবেন।

৩রা জানুয়ারি—ঢাকার এসিষ্টাণ্ট [illegible] কালেক্টর ই সি কুটার সাহেব ১৮৩৫ অব্দের [illegible] আইনের ২ধারামতে নিষকর্টৌকিরসুপরিন্টেন্ডে[illegible] ন্টের জুডিসিয়াল ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

সি জি ডব হউস সাহেব চব্বিশ পরগনা[illegible] সিবিল ও সেসন জজ হইবেন।

এফ সি ফাউল সাহেব শাহাবাদের ম্যাজি[illegible] ষ্ট্রেট ও কালেক্টর হইবেন। কিন্তু যতদিন [illegible] হুকুম না হয় ততদিন ঐ প্রদেশে সিবিল ও [illegible] সন জজ থাকিবেন।

রাজসাহীর এসিষ্টাণ্ট ম্যাজিষ্ট্রেট ও কালে[illegible] ক্টর এফ, সি, দলরাইট সাহেব প্রথম শ্রেণীর ম্যা[illegible] জিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

পুলিস ও জবলপুরের আসিষ্টাণ্ট সুপরিন্টে[illegible] ণ্ডণ্ট জে, জনষ্টোন সাহেব আসামের [illegible] লক্ষীপুরে বদলি হইয়াছেন।

পুলিস ও লক্ষীপুরের আসিষ্টাণ্ট সুপরিন্টেণ্ড[illegible] ডবলিউ লাউই সাহেব জবলপুরে বদলি হ[illegible] য়াছেন।

৫ই জানুয়ারি—মেদিনীপুরের আসিষ্টাণ্ট ম্যাজিষ্ট্রেট ও কালেক্টর জি, ই, মাকফিল সাহে[illegible] ১৮৩৫ অব্দের ৯ আইনের ২ ধারানুসারে [illegible] নিমকচৌকীর সুপরিন্টেণ্ডেণ্টের ক্ষমতা পাইবেন।

সাঁওতাল পরগনার আসিষ্টাণ্ট কমিস[illegible] এ ডবলিউ কনারেট সাহেব ১৮৬০ অব্দের [illegible] আইন অনুসারে রাজমহল বিভাগের অতিরি[illegible] ক্তেসের ও ডেপুটি কালেক্টরের পদ প্রা[illegible] প্ত হইবেন।

প্রেরিত

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু।

মহাশয়! এখানে কতকগুলি পুরাতন [illegible] স্থাপিত হওয়াতে প্রায় অনেকেই মধ্যে [illegible] করিয়াছেন। পল্লীগ্রামস্থ নিরীহ প্রজাগণ [illegible] তালুকদারের যে সকল দৌরাত্ম্য মধ্যে [illegible] [illegible] করিয়া, এখন আর তাহার [illegible] [illegible] [illegible] সকলেই সন্তুষ্ট [illegible] জমিদারী লইয়া [illegible] একাকে [illegible]

[illegible] পরিবর্ত্তিত হইয়াছে এবং [illegible] হইয়াছে (১)।

[illegible] এই জিলার [illegible] সংস্কারের [illegible] আপন [illegible] নিকটস্থ পথ পরিষ্কৃত ও সংস্কৃত করিতে আরম্ভ করিয়াছে। এখন যেখানে [illegible] প্রান্তে পয়ঃপ্রণালী [illegible] পর্যন্ত পথ পৌঁছিতে পারে। কিন্তু প্রকারে যে প্রকারে তাহার সংস্কার করিয়াছে অল্প দিনের মধ্যে আবার সেইরূপ পূর্ব্বকারের পরিণত হইবেক সন্দেহ নাই। [illegible] আমরা [illegible] রাস্তা [illegible] পয়ঃ [illegible] না, তাহারা [illegible] করিয়াছে তাহাতেই তাহাদিগকে বিস্তর ক্ষতি গ্রস্ত হইতে এবং কষ্ট সহ্য করিতে হইয়াছে। রাস্তা বাধাতে [illegible] গবর্ণমেন্ট (২) তাহার উপায় অবধারণে যত্নবান হউন।

একান্ত বশম্বদ প্রবাসী জনস্য।
বর্দ্ধমান ২৯ ডিসেম্বর ১৮৬২ সাল।

সম্পাদক মহাশয়!

গত ৮ই পৌষের সোমপ্রকাশে প্রকটিত [illegible] বিবাহ কাল [illegible] বিষয়ক বিচারে শ্রীযুক্ত [illegible] বেদান্তবাগীশ মহাশয়ের [illegible] উৎসাহ [illegible] পরম সন্তোষ লাভ করিলাম। আমি ঋতু দর্শনের পূর্ব্বকালকে বিবাহ কাল বলিয়া উল্লেখ করিয়াছি তদ্বিষয়ে বেদান্তবাগীশ মহাশয় যে বাধা ঋতুর পূর্ব্বকাল কি অস্তর্ভুক্ত পূর্ব্বক [illegible] এই প্রশ্ন করিয়াছেন তদুত্তর মিমাংসা সে প্রকটিত হইলে বেদান্তবাগীশ মহাশয় মহা [illegible] সুবিদিত করিয়া আমার পরিশ্রমের সফলত্ত বিধানে চরিতার্থ করুন।

তথাহি।

[illegible]
[illegible]
[illegible]
[illegible]

ইতি বিবাহপ্রকরণীয় বিষ্ণু বচনে [illegible] [illegible] অনেক [illegible] বিবাহ কাল [illegible] [illegible] [illegible] সর্ব্বদৈব [illegible]।

বেদান্তবাগীশ মহাশয় লিখিয়াছেন যে দশ [illegible] কন্যার সময় বহুকাল [illegible] রজস্বলা হয় না

(১) [illegible] পরিত্যক্ত হইল। স।

(২) [illegible] গবর্ণমেন্টের দৃষ্টি আকর্ষণ করা আবশ্যক [illegible] আছে। স।

[illegible] বিবাহ কাল কিপ্রকারে নির্ণয় হইতে [illegible] কিন্তু [illegible] পূর্ব্বকালমধ্যে যে বিবাহকাল অনুমত [illegible] লাভ। দুষ্ট হয় না। [illegible] নানাকাল [illegible] ঋতু [illegible] পূর্ব্বকালরূপে অনুমত হইয়াছে [illegible] অসঙ্গত দোষ নাই।

বেদান্তবাগীশ মহাশয় জিজ্ঞাসা করিয়াছেন যে [illegible] কত বয়সে বিবাহের [illegible] নির্দ্দেশ আছে? [illegible] মহাশয় [illegible] গ্রন্থকারগণের এবং [illegible] ভট্টাচার্য্য মহাশয়ের এই অভিপ্রায় হইয়াছে যে [illegible] অষ্টম বর্ষ কন্যার বিবাহের প্রশস্ত। ঐ সকল কালকেই মুখ্য কাল কহা যায়।

[illegible] ফলিতার্থ এই হইয়াছে যে পূর্ব্বোক্ত বিষ্ণু বচনে কন্যার ঋতুদর্শনের [illegible] সকল কাল [illegible] বিবাহের সার্ব্বকালিক [illegible] ঋতুর পূর্ব্বকাল বিবাহ কাল শাস্ত্রে নির্দ্দিষ্ট হইয়াছে তাহার মধ্যে অষ্টম নবম দশম ইহারা প্রশস্ত মাত্র তদ্ভিন্ন যে কাল সে গৌণ কাল।

ইতি তারিখ ১৩ পৌষ

[illegible]
শ্রীচন্দ্রকান্ত তর্কবাগীশ

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক
মহাশয় সমীপেষু।

ঢাকার [illegible] কুষ্টিয়া পর্য্যন্ত [illegible] পুলিশ ইচ্ছামতির মুখ বন্ধ হইল। ঢাকা হইতে কুষ্টিয়ার জলপথে যাওয়ার পক্ষে ইচ্ছামতি নদী অতিশয় সুবিধা ছিল, কারণ ইচ্ছামতি নদী কোন কালেই [illegible] এবং ঐ নদী [illegible] হইতে ফরিদপুরে দুই দিনে পৌঁছান যায়। ইচ্ছামতি যে স্থানে পদ্মানদীতে পড়িয়াছে তথা হইতে [illegible] এক প্রহরের রাস্তা। কারণ [illegible] হইতে পদ্মা উজায়ে যাইতে আড়াই দিন লাগে। অপর যে জল পথ আছে তদ্দ্বারা কুষ্টিয়া যাইতেও [illegible] দিন কলিকাতায় যাইতেও ততদিন, তবে কুষ্টিয়া হইতে [illegible] [illegible] হয় না। কুষ্টিয়া হইতে [illegible] সকল, কারণ [illegible] এক টান। [illegible] যে [illegible] আসিতে বড় [illegible] অনুকূল [illegible] সহকারে কুষ্টিয়া হইতে ঢাকায় পাঁচ দিনে আসা যায়। ঢাকার [illegible] সাহেব [illegible] ইচ্ছামতির মুখ কাটিয়া দিবার যত্ন করিতেছেন কিন্তু সে প্রয়াস সফল হইবার সম্ভাবনা নাই, কারণ ইচ্ছামতির মুখ [illegible] উরাট হইয়াছে প্রায় এক ক্রোশ পর্য্যন্ত [illegible] কিছুমাত্র চিহ্ন নাই, প্রত্যুত সে স্থান [illegible] অপর ভূমি অপেক্ষা উচ্চ হইয়াছে। [illegible] বিভাগ করিয়া খাল খনন করা [illegible] [illegible] মুসলমানদিগের [illegible]

হইল। [illegible]
[illegible] ইব্রাহিম [illegible]
[illegible] একটি রাস্তা [illegible]
[illegible] বিশেষ [illegible]
[illegible] রেজেষ্টরের [illegible]
[illegible] ফরিদপুর [illegible]
[illegible] উপকারী [illegible]
সম্পাদন হয়। [illegible]
[illegible] হইতে [illegible]
[illegible] মাধবপুর [illegible]
[illegible] হয়। [illegible]
[illegible] [illegible]
[illegible] [illegible]
হইতে [illegible]
[illegible] আছে তাহা [illegible]
এবং তাহার কোন [illegible]
[illegible] করিয়াছেন, [illegible]
রাস্তা প্রস্তুত হইলে [illegible]
[illegible] [illegible]
হইবে এমত মনে [illegible]
অবলম্বন করিবে।

ঢাকায় একটী বিধবা [illegible]
[illegible] কোন [illegible]
[illegible] হইতে [illegible]
[illegible] ঢাকার [illegible]
লোকে এবং [illegible]
[illegible]
[illegible] সমাজের [illegible]
[illegible] বয়সে বিধবা [illegible]
[illegible] বৈধব্য [illegible]
[illegible] [illegible]
[illegible] [illegible]
[illegible] নিকটে বিধবা [illegible]
[illegible] [illegible]
[illegible] [illegible]
[illegible] [illegible]
[illegible] নাই। [illegible]
[illegible] [illegible]
[illegible]

[illegible]

পর্যন্ত বিস্তার করিয়াছিল পরিশেষে ময়কর্তা অর্ধবাদ্ বাবু [illegible] বিবাহের সকল আয়োজন, [illegible] অভাবে মূল্যক রুপা [illegible] স্থান বদলে এক বিবাহ [illegible] করিলেন।

অতিকপুরে [illegible] পৌরাণো দুই বৎসর বন্দ [illegible] গোপাইগণ পীড় সাত জনে একত্রিত [illegible] যাইলে এবং বলপূর্বক [illegible] করিয়া [illegible] মূল্য চাহিল পরস্পর [illegible] ম্যাজিষ্ট্রেট সাহেবের নিকটে [illegible] করিলে দমাজ হয় না। বালিকা [illegible] পাওয়া যায় না। [illegible] উপদ্রবেতেই [illegible] অভাবে [illegible] সময়েই পুলিস ম্যাজিষ্ট্রেট সাহেবের মহামান্য [illegible] দিয়াছিলেন, সেপাইদিগের কর্তা লেফটেনাণ্ট সাহেবও ম্যাজিষ্ট্রেটের অনুগামী হইয়াছিলেন, এই অবসরে সেপাইগণ [illegible] কোয়াছো করিয়াছিল। [illegible] প্রকার করিয়াছিল এবং ডেপুটি ম্যাজিষ্ট্রেটকে [illegible] উঠাও হইয়াছিল। কবিরপুরের [illegible] বাবু সেকেলে পণ্ডিত। তিনি বিধবাবিবাহ বিদ্বেষী এবং ব্রাহ্মধর্ম বিরোধী হইবেন আশ্চর্য নয়, তবে দুঃখের বিষয় এই যে বিচারাসনেও একজন বিষয় সম্বন্ধে তাঁহার ক্রোধ উদ্দীপ্ত হয়। একদিন ব্রজসুন্দর বাবুর [illegible] বাবুর কোর্টে [illegible] হইতেছিল, এইসময়ে কতগুলি [illegible] উকিল তাঁহাকে জানাইলেন ধর্ম্মাবতার এই ব্রজসুন্দর স্বীয় বিধবা কন্যার বিবাহ দিতে উদ্যোগী হইয়াছিলেন “এই কথা শুনিবামাত্র [illegible] বাবু মুখ খান [illegible] বিকোট করিয়া বসিলেন, আর পড়িতে হইবে না বোঝা গিয়াছে। [illegible] বাবু কবিরপুরের [illegible] মহাবলে একত্রে আচার করেন কি না তাহা বিশেষ [illegible] মধ্যে জানিবার কোন উপায় হয় নাই।

পাঠকস্য।

মূল্যপ্রাপ্তি

শ্রীযুক্ত বাবু রাধামোহন গোস্বামী [illegible]
“১২৭৯ পৌষ হইতে ৮০ অগ্রহায়ণ পর্যন্ত
মোং ১০ টাকা
শিবনাথ বন্দ্যোপাধ্যায় [illegible]
“১২৭৯ অগ্রহায়ণ হইতে ৮০ কার্তিক পর্যন্ত
মোং ১০ ঐ
যদুনাথ চট্টোপাধ্যায় [illegible]
“১২৭৯ অগ্রহায়ণ হইতে ৮০ বৈশাখ পর্যন্ত
মোং ৫ ঐ
কালীকৃষ্ণ দত্ত [illegible]
“১২৭৯ অগ্রহায়ণ হইতে ৮০ বৈশাখ পর্যন্ত
মোং [illegible] ঐ
[illegible] মিত্র [illegible]
“১২৭৯ পৌষ হইতে ৮০ জ্যৈষ্ঠ পর্যন্ত
মোং [illegible] ঐ

[illegible]
“১২৭৯ [illegible] হইতে ৮০ বৈশাখ [illegible]
মোং [illegible]
[illegible]
“১২৭৯ কার্তিক হইতে ৮০ [illegible]
মোং [illegible]
[illegible] ঘোষ
“১২৭৯ অগ্রহায়ণ হইতে বৈশাখ পর্যন্ত [illegible]
[illegible]
“১২৭৯ অগ্রহায়ণ হইতে ৮০ কার্তিক পর্যন্ত
মোং ১০ [illegible]

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটি বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে কাহাকে সোমপ্রকাশ প্রেরণ করা যায় না।

ইহার অগ্রিম মূল্য বার্ষিক ১০ এবং [illegible] ৫॥ টাকা ছয় মাসের মূল্যে লওয়া যায় [illegible]

যাঁহারা সোমপ্রকাশের মূল্য [illegible] পাঠান তাঁহারা এক অথবা আধ আনার [illegible] ও হুণ্ডী [illegible] না প্রেরণ করেন।

যখন তিনি মফস্বল হইতে সোমপ্রকাশের মূল্য পাঠাইবেন তাহা যেন রেজিষ্টরি করিয়া [illegible] দেন।

পূর্ব্বপ্রদত্ত মূল্যের কাল অতীত হইলে [illegible] না পাঠাইলে কেহ যেন অসন্তুষ্ট [illegible] করেন।

যাঁহাদের মূল্য দিবার সময় অতীত হইয়া যাইবে, তাঁহারা সময় প্রতীক্ষা [illegible] প্রথমে চিঠি লিখিয়া জানান হইবে, যদি [illegible] তাহাতে কোন উত্তর অথবা মূল্য না পাওয়া যায় [illegible] কাগজ বন্ধ হইবে। মূল্যের নিমিত্ত চিঠিতে [illegible] টিকিট পাঠান হইবে। কলিকাতা সংস্কৃত [illegible] প্রেসে আমাদিগের নামে চিঠি আসিলে [illegible] শীঘ্র পাইব।

যাঁহারা যখন সোমপ্রকাশ পরিত্যাগ করিবার ইচ্ছা হইবে চিঠি লিখিয়া না জানাইলে [illegible] তাহা গ্রাহ্য করা যাইবে না।

কেহ সোমপ্রকাশে বিজ্ঞাপন দিতে ইচ্ছা করিলে তাঁহাকে প্রথম বার প্রতি পংক্তি [illegible] আনা, দ্বিতীয় ও তৃতীয় বার /১০ আনা করিয়া দিতে হইবে তাহার পর /০ আনা করিয়া লওয়া যাইবে।

[illegible]

সোমপ্রকাশ

" প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং। "

৫ ভাগ। ১০সংখ্যা। { সন ১২৬৯। ৭ই মাঘ। ইং ১৮৬৩। ১৯ জানুয়ারি { বার্ষিক মূল্য [illegible] বার্ষিক [illegible]

সোমপ্রকাশ।

৭ই মাঘ সোমবার।

১৮৫৯ অব্দের ১৩ আইন।

সে দিবস বাঙ্গলা দেশের লেপ্টেনেণ্ট গবর্ণর আজ্ঞা করিয়াছেন হাবড়া, রাজসাহী, মুরশিদাবাদ, কাছাড়, [illegible] সাগর, দারজিলিঙ, কুষ্টীয়া, [illegible] যশোহরে ১৮৫৯ অব্দের ১৩ [illegible] লিত হইবে। এই আইনে [illegible] কোন মজুর যদি করার [illegible] দারি আদালতে মকদ্দমা [illegible] দণ্ড ও নিরাশ হইবে। [illegible] গবর্ণমেণ্টের ঐ বিধি [illegible] উদ্দেশ্য কি, বলিয়া না দিলে [illegible] সকলে বুঝিতে পারিবেন [illegible] নিল ভারতবর্ষীয় [illegible] হেবের প্রিয় পুত্র [illegible] হওয়াতে গবর্ণমেণ্ট ১৩ [illegible] লইতেছেন। উক্ত [illegible] জেলায়ও এই আইন চালাইয়া [illegible] ফর্ম্মরি ও নর বাটীর [illegible] সাহেবের সম্বাদ প্রভৃতি [illegible] বলা বাহুল্য।

কয়েক বৎসর [illegible] যাইতেছে [illegible] জনগণকে মজুরের অবস্থা [illegible] পণ চেষ্টা পাইতেছেন। ইংলণ্ডে [illegible] যদি এদেশের জাতিসাধারণ [illegible] দেশীয়দিগের স্বাভাবিক [illegible] অথবা রাজনীতি সংক্রান্ত স্বাধীনতা [illegible] অভাব হয়, অমনি মহাপুরুষেরা [illegible] বলেন, তা হবে ইংলণ্ডের [illegible] পারে না ; কিন্তু কাপি হোল্ডে [illegible] প্রকৃতি ভূমিসংক্রান্ত যে সমস্ত বন্দো[illegible] এক দল মাত্রের ভূম্যধিকারি[illegible]

মজুর ন হয়, ইহাদিগেরি মতে
হল ভারতবর্ষের অযোগ্য নহে।
না আমরা সর্ব্বদা ৫৯ অক্টের ১০
ও কৃষকদিগের ভূম্যধিকারের প্রতি
র্ণমণ্ডলিক গবর্ণমেণ্টও বর্ত্তমান কর
বিবাদে আমাদিগের মুখ বন্ধ করি
বাবাদিগের পরম বন্ধুগণের অভী
লের —— আছেন!
কি বিলের প্রথম ও দ্বিতীয়
তৎকালে আমাদিগের এইরূপ
হইয়াছিল যে প্রস্তাবকারিরা একটি
ক সংস্কারের পরাধীন হইয়াই ঐ
ষ্টা করিতেছেন। কিন্তু এখন আ-
স্পষ্ট বুঝিতে পারিতেছি, তাঁহাদি-
য়ে যে কোন উপায়ে হউক, কৃ
কে (এ দেশে স্বতন্ত্র কৃষক ও স্বতন্ত্র
নাই, কৃষকেরাই মজুরী করে) কারা
নানাপ্রকারে পীড়ন করিয়া নীল
চাস করিয়া দেওয়াই তাঁহাদিগের
প্রবৃত্তি। নচেৎ কি জন্য গ্রিন্টি সাহে
বের মৃত্যুর পর ক্ষণেই ১৩ আইন
ও চা প্রধান প্রদেশে প্রচলিত করা
হে? বিশেষ আইনের আবশ্যকতা
ধারণ দণ্ডবিধি দ্বারা কি চরিতা
ত্তর সম্ভাবনা নাই? এতদিন উত্তর
দশ সকলে এই আইন প্রচলিত
নাই, এতদিন কি তত্তৎ প্রদে
শের কর্ম বন্ধ ছিল? যদি বল ইংল
ণ্ডেরা বড় উৎপাত করে; একটা
আইন না করিলে ভারতবর্ষেও ঐ
পাইয়া থাকিতে পারে। এ স্থলে আ
মরা প্রথমে জিজ্ঞাসা এই ইংলণ্ডের
ভারতবর্ষের মজুর কি সম...
প্রভুরা মজুরদিগকে নীলকর
চা-মজুরের ন্যায় দাসে ...
রিয়া প্রাণান্ত করা ... ...
রেন? দুর্ব্ব্যবহার করিলে ভারত
কেরা প্রায় প্রভুর সহিত অসদ্ব্যব
কখন কখন স্থান ত্যাগ করে। ৫

অনেকে যে ছুটি ... ... পাওয়া যায়, জ
মীদারের গমস্তা প্রভৃতির দোষই তাহার
অধিকাংশের কারণ ... করে না। ভারত
র্ষের কৃষকেরা অল্প দুঃখে নীলকরদিগের
বিরোধী হয় নাই; তাহারা বহুকাল অস-
হ্য অত্যাচার সহ্য করিয়া শেষ নীলকর স
ম্পর্ক পরিত্যাগ করিয়াছে। নিউপোর্ট,
গ্লাসগো প্রভৃতি নগরে মজুরেরা বেতন
বৃদ্ধির আশয়ে একবাক্য হইয়া যে প্রকার
প্রভুদিগের বাটী বন্ধ ও প্রভুপক্ষ অপর
মজুরদিগের প্রাণবধ করিয়া ভয়ঙ্কর অত্যা
চার করিয়াছে, তাহা এ দেশের লোকের
কখন শ্রবণ ও মনন পথে অবতীর্ণ হয়
নাই। এখানে কোন দল অত্যাচার সহ্য
করে? নীল কমিসন, এতদ্দেশীয় সংবাদ
পত্র, মিসনরিরা কোন্ দলের অত্যাচা
রের কথা বলিয়া থাকেন? নীলকর ও
চা-করেরাই যে অত্যাচারকারী গবর্ণমেণ্ট
কি এ কথা অস্বীকার করিতে সাহসী হই-
বেন? কোন্ চা-কর বা নীলকর এ পর্য্যন্ত
নিজ কৃষক অথবা মজুরের নিকটে প্রহার
সহ্য করিয়াছেন? কোন্ নীল বা চা-ক্ষেত্র
মজুরদিগের অসঙ্গত বেতন প্রার্থনায় উৎ-
সন্ন হইয়াছে? নীল চাষ পরিত্যক্ত হইল
কেন? কৃষকের দোষ না নীলকরের অত্যা-
চার তাহার কারণ? যখন শ্রীবৃদ্ধিকারী দলে
রই অত্যাচার সপ্রমাণ হইতেছে, যখন কৃ
ষক ও মজুরদিগকে ভয়ানক অত্যাচার হ
ইতে মুক্ত করিবার প্রার্থনায় চতুর্দ্দিক হ
ইতে করুণ ধ্বনি উত্থিত হইতেছে, যেখানে
অল্প অত্যাচার হইলেই গবর্ণর জেনেরল
পর্য্যন্ত তৎক্ষণাৎ জানিতে পারেন, সেই
কলিকাতায়ও যখন আইন দোষে সময়ে
সময়ে মহান্ অপকার হইতেছে, তখন গব
র্ণমেণ্ট কি সাহসে নির্ব্বান্ধব নীল প্রদেশে
১৩ আইন প্রচলিত করিলেন? ভাল! গ
বর্ণমেণ্ট মজুরদিগের দুরবস্থার বিষয় যেন
চিন্তা না করিলেন, সর চার্লস উডের
উপদেশ ও সূক্ষ্ম যুক্তি কিরূপে এড়াইবেন?

তিনি যে সেই উচ্চ আসন হইতে ভার
বর্ষের মঙ্গলের কার্য্যই তত তত করি
তেছিলেন।

ঢাকা নিউস ও এতদ্দেশীয় সংবাদ
পত্রাদির স্বাধীনতা।

বিদ্রোহের বিশেষতঃ নীলঘটিত গো
লযোগের পর অবধি অনেকের এই সং
স্কার জন্মিয়াছে এতদ্দেশীয়েরা, বিশেষতঃ
বাঙ্গালিরা ইংরাজদিগের অতিশয় শত্রু
হইয়াছেন। মধ্যে মধ্যে কোন কোন ইং
রাজী সংবাদ পত্রে এই ভাব প্রকটিত
হয়। সম্পাদকেরা কখন কখন এ দেশী
দিগকে বিদ্রোহানুরাগী ও ইংলণ্ডেশ্বরী
প্রতি প্রভুভক্তিশূন্য বলিয়া অন্যায়
নে গালি দিয়া থাকেন। আমরা এত দি
কতিপয় ইউরোপীয়ের বিদ্বেষবিজৃম্ভিত
বলিয়া এ বিষয়ে উপেক্ষা করিয়াছিলাম।
কিন্তু যখন এই সংস্কার ইউরোপীয়দিগের
মনোমধ্যে ক্রমশঃ বদ্ধমূল হইতেছে তখন
ইহার প্রতিবাদ করিয়া এ দেশীয়দিগের
অভিপ্রায়ের সাধুতা সপ্রমাণ ও ইউরো
পীয়দিগের কুসংস্কার দূর করা অবশ্য ক
র্ত্তব্য হইয়াছে।

গতসংখ্যা ঢাকা নিউসে এক খানি
বাঙ্গলা পুস্তকের সমালোচন কালে বলা
হইয়াছে, বাঙ্গালীরা এক্ষণে গবর্ণমেণ্টের
প্রতি বিরাগ প্রদর্শন করিতেছেন, তাঁহা
দিগের প্রণীত ও প্রচারিত সংবাদ পত্রে
সর্ব্বদা গবর্ণমেণ্টের নিন্দাবাদ দৃষ্ট হয়।
আর এক স্থলে টিবর্স সাহেবের বিষয়ে
লিখিত হইয়াছে, ইউরোপীয় কর্ম্মচারি
দিগের দোষ দর্শন করিলেই এতদ্দেশীয়
যাবতীয় সম্বাদ পত্র তাহাকে বিপাকে ফে
লিবার চেষ্টা পান। ঢাকা নিউস কোন্
চক্ষে ও কিরূপ অবস্থায় এতদ্দেশীয় সংবাদ
পত্র সকলকে বিদ্রোহানুরাগী ও প্রভুভক্তি
শূন্য দেখিলেন? গবর্ণমেণ্ট এ দেশী
য়দিগের অনিষ্ট ও অপ্রিয় কার্য্যের অনু
ষ্ঠান করিলে তাহার প্রতিবাদ করা কি

বিদ্রোহের [illegible] ; গবর্ণমেণ্টের যথেচ্ছা চার নিবারণ করিয়া এ দেশীয়দিগের নৈ সর্গিক স্বত্ব ও অধিকার স্থাপন চেষ্টা কি ইংলণ্ডেশ্বরীর প্রতি বিরাগ প্রদর্শন চিহ্ন ? যদি তাহা হয়, তাহা হইলে ত ইংলণ্ডীয় মহাসভার ন্যায় বিদ্রোহী সভা ও ইংলণ্ডের প্রধান প্রধান ইংরাজী সমাচার পত্রের তুল্য বিদ্রোহী সম্বাদ পত্র আর নাই. ইংলণ্ডবাসিদিগের স্বত্ব ও অধিকারের অণুমাত্র ব্যাঘাত সম্ভাবনা হইলেই তাঁহারা তারস্বরে তাহার প্রতিবাদ করিতে আরম্ভ করেন । ১৮৫৭ অব্দের বিদ্রোহ কালে কোন্ জাতীয় সংবাদ পত্র গবর্ণমেণ্টের সবিশেষ সহায়তা করিয়াছিলেন ? এ দেশের যাবতীয় লোক বিদ্রোহলিপ্ত বলিয়া অমূলক অরব তুলিয়া দিয়া কোন্ জাতীয় সম্বাদ পত্র গবর্ণমেণ্টকে নিরপরাধের শোণিত দর্শনে প্রবর্ত্তিত ও অধিকতর বিপদাপন্ন করিবার চেষ্টা পাইয়াছিলেন ? আর কোন্ জাতীয় সম্বাদ পত্রই বা তদি ষয়ে গবর্ণমেণ্টের ভ্রম ভঞ্জন করিয়া দেন ? নীল ঘটিত গোলযোগের সময়ে কোন্ জাতীয় সম্বাদ পত্র কৃষকদিগকে বিদ্রোহ প্রবৃত্তি হইতে নিবর্ত্তিত করিয়া রাখিয়াছিলেন ; বিনা রক্তপাতে যে বিবাদের যে শান্তি হইয়াছে তাহা পুলিস সেনার দ্বারা নয়, গবর্ণমেণ্টের দ্বারা নয়, ঢাকা নিউসের দ্বারা নয়, আমরা স্পষ্টাক্ষরে কহিতে পারি কেবল একশ্রেণীর সম্বাদ পত্র দ্বারাই সম্পাদিত হইয়াছে ।

ঢাকা নিউস আর এক স্থলে এ দেশের [illegible] আর বাক্য প্রয়োগ করিয়াছেন । তিনি বলেন, এ দেশীয় মুদ্রা যন্ত্রের স্বাধীনতা রাখা শ্রেয়স্কল্প নহে ; তাঁহার মতে, এ স্বাধীনতা গবর্ণমেণ্টের অনুগ্রহপ্রাপ্ত [illegible] ক্ষাআমাদিগের গবর্ণমেণ্ট যদি [illegible] হইতেন এবং এ স্বাধীনতা কোন্ [illegible] হইতে [illegible] হইয়াছে, তাহা না বুঝি [illegible] হইত আমরা এ স্বাধীনতা [illegible]দানকে অনুগ্রহ [illegible] স্বীকার করিতাম, কিন্তু যাঁহারা [illegible] পারেন, তাঁহাদিগের । নিকটে ইহা [illegible] ইহা প্রতীয়মান না হইয়া স্বাভাবিক স্বত্ব বলিয়া প্রতীয়মান হইবে [illegible] কোন্ রাজ্যে বা উপনিবেশে এমন [illegible] স্বাধীনতা নাই ? যে গবর্ণমেণ্ট [illegible] তাহার কি অন্যের স্বাধীনতা হরণ করিয়া চিত্তকে নির্দ্দুষ্ট করিয়া [illegible] পারেন ? এ দেশীয়েরা যদি আপনাদিগের স্বাধীনতা রক্ষা [illegible] সমর্থ না হইয়া [illegible] ধরেন, তাহা হইলেই কি ইহা [illegible] ঢাকা নিউসের নিকটে এ দুর্ভাগ্য সম্প্রদায় [illegible] হইবেন ? এ দেশীয় মুদ্রা যন্ত্রের স্বাধীনতা থাকিলে স্বচ্ছিক[illegible]দিগের যথেচ্ছাচার হয় না. এই নিমিত্তই কি তাহা নিউস ও তৎসদৃশ মহাত্মারা এ দেশীয় মুদ্রা যন্ত্রের স্বাধীনতা হরণে উদ্যত হইয়াছেন ? ফলে কার্য্য কথা এই, ইংরাজী সমাচার পত্রের স্বাধীনতা হত না হইলে আর [illegible] এ দেশীয় মুদ্রা যন্ত্রের স্বাধীনতা হরণ চেষ্টা করিয়া কৃতকৃত্য হইতে পারেন না । ক্রমশঃ এ দেশীয়, ইউরোপীয় ও ইংরাজ বলিয়া ভিন্ন ভাব অঙ্কিত হইতেছে । যখন সর [illegible] এরূপ প্রস্তাব করেন, তৎকালে লর্ড [illegible] সাহেব যথার্থ কথাই কহিয়াছিলেন যদি মুদ্রাযন্ত্রের স্বাধীনতা যায়, তাহা হইলে লোকের মনোগত ভাব প্রকাশ অন্য প্রকারে হইবে। পুনর্ব্বার চাপাটি চলিতে থাকিবে । বিলাপ ও অশ্রুজল মোচন রুদ্ধ হইলে শোক শরীরের বিষম অনিষ্টকর হয় । এ স্থলে আমরা ঢাকা নিউসের নিকটে আর একটী প্রশ্ন করিতেছি, নদীর বাঁধ [illegible] যুক্তি করিয়া তাহা বদ্ধ করিয়া [illegible] জল প্রাবল্যের [illegible] ?

এক্ষণে এ দেশে ইউরোপীয় [illegible] দিন দিন নিজ অধিকার বিস্তার [illegible] লোকে দিন দিন আপন আপন [illegible]

[illegible] বাক্যে সমর্থ হইবে [illegible] আশা, মূর্খতা ও [illegible] কি হইতেছে, সকলেই [illegible] লক্ষপ্রবেশ হইয়া [illegible] দিন নিতান্ত উৎসুক হইতেছেন [illegible] ন্যায় এ দেশে সকল দিক [illegible] প্রস্তুত হয়, ভারতবর্ষীয় [illegible] এইরূপ অভিলাষ হইতেছে [illegible] অপমান, অত্যাচার ও [illegible] দিন [illegible] একান্ত বিরক্ত হইয়া [illegible] এমত সময়ে যে ব্যক্তি এই [illegible] পথ রুদ্ধ করিতে [illegible] পারে [illegible], তিনি [illegible] মহান্ [illegible] সন্দেহ নাই [illegible] বাক্য প্রয়োগ [illegible] কথা । এখন [illegible] কার্য্য ও বাক্য [illegible] অবস্থা [illegible] আইন [illegible] হইয়াছে [illegible] তৎশ্রেণী লোকদিগকে [illegible] মেণ্টের [illegible] কেন, ইংলণ্ডীয় [illegible] জানেন, ইংলণ্ডীয় [illegible] বিদ্রোহ [illegible] করিয়া [illegible] [illegible] দিগের [illegible] উৎসুক [illegible] কি [illegible] অথবা [illegible]

সর চারলস ট্রিবিলিয়ান।

ঐ মহাত্মা গত ১৩ই মাঘ কলিকাতায় উপস্থিত হইয়া যথাবিধি শপথপূর্ব্বক গবর্ণর জেনরলের সভার অন্যতর সভ্য পদে অধিষ্ঠিত হইয়াছেন। আমাদিগের দেশের প্রতিনিধি ভারতবর্ষীয় সভার ও কমন্স সভার সভ্যগণ অতি শীঘ্র ইহাঁর সম্ভাষণ করিবেন; ইহাঁর সম্ভাষণার্থ পূর্ব্ব হইতে উদ্যোগ হইতেছে; ... ও বঙ্গদেশের প্রতিনিধি হইয়া ... প্রত্যাশা দ্বারা অকপট হৃদয়ে ... করিতেছে। এদেশীয়েরা ... বিষয়ে অল্পসংখ্যক ... ইহাঁর তুল্য সৌভাগ্যশালী দেখিতে পাওয়া যায়। অন্য অন্য ... এদেশে উপনীত হইয়া ... অনুষ্ঠান দ্বারা ইহাঁদিগের ... করিতে হয়, কিন্তু ইনি ... লাভ করিয়া আছেন। ... দেশের লোকেরা ইহাঁর প্রতি এমনি ... যে ইনি ... হবে গবর্ণর জেনরল পদ প্রাপ্ত হইবেন ... এই আশা ... করিতেছেন।

এতদ্দেশীয়েরা অযোগ্য ... প্রীতি ... প্রকার স্থাপন করেন নাই ইহা হইতে ... দেশের যে মহান্ অপকার ... এক ... হস্তী ... ইনি মান্দ্রাজের গবর্ণর ... অবস্থা ... কালে তাহা ... সকল ... করিয়াছেন সেই চিরমনোরথ পূর্ণ করি... উপকরণ ... সামগ্রীও ইহাঁর ... অপরিচিত ... । উৎসাহ, ... চিত্তের ঔদার্য্য প্রভৃতি ইহাঁ... বয়োধর্ম্ম ... করিতে পারে নাই। ... প্রতিনিধি হইয়া ... বিষয়ে ... তাঁহার ... করিবেন। ... সৌভাগ্য ... একটী উপায় ... প্রকাশ প্রতি...

য়। যদি প্রকার ইষ্টসাধন করিবার ইচ্ছা থাকে, তাহা পূর্ণ হওয়া দুর্ঘট হয় না। তিনি যদি সুন্দররূপে আয় ব্যয়ের নিয়ম করিয়া আধিক্য আয় দেখাইয়া দিতে পারেন, আমাদিগের কৃপালু গবর্ণমেণ্ট কখন প্রকাশ উন্নতি সাধনার্থ ব্যয়ে কাতরতা ও কৃপণতা করিবেন না।

কি কি কার্য্যের অনুষ্ঠান করিলে এদেশীয়দিগের সবিশেষ উপকার হইয়া প্রীতি জন্মিবার সম্ভাবনা আছে, তাহা তাঁহার হৃদয়ঙ্গম করিয়া দিবার নিমিত্ত অন্যকে প্রয়াস পাইতে হয় না। তিনি এদেশে অনেক দিন ছিলেন, এদেশের বিষয়ে তাঁহার সবিশেষ অভিজ্ঞতা জন্মিয়াছে। তথাপি আমরা তাঁহাকে একটী বিষয়ে বিশেষরূপে মনোনিবেশ করিতে অনুরোধ করিতেছি, তাহা সম্পাদিত হইলেই এদেশের যাবতীয় বিষয়ের উন্নতি দ্বার উদ্ঘাটিত হইবে সন্দেহ নাই। সে বিষয়—শিক্ষা। দুই চারিটী অঙ্ক, দুই চারিটী এদেশের নাম, ও দুই চারিটী গল্প শিক্ষা হইলেই যে শিক্ষা সম্পূর্ণ হয়, সে শিক্ষার নিমিত্ত আমরা সর চারলস ট্রিবিলিয়ানকে অনুরোধ করিতেছি না। তাহা এক প্রকার বিড়ম্বনা বলিলে হয়। যে শিক্ষা দ্বারা এদেশীয়দিগের ধর্ম্মনীতি ও বুদ্ধিবৃত্তি প্রভৃতি যাবতীয় বিষয় মার্জ্জিত হয়, তাদৃশ শিক্ষার্থই আমরা অনুরোধ করিতেছি। তাদৃশ উদার শিক্ষা ব্যতিরেকে কার এরূপ সামর্থ্য আছে, যে চিরকালের আলস্যকে অপনীত করিয়া এদেশীয় লোকের চিত্তকে নব্য উৎসাহ সম্পন্ন ও অধ্যবসায়বান্ করিয়া তুলিতে পারে? কার এরূপ সামর্থ্য আছে যে অপকর্ষকর ভীরুতাকে দূরীভূত করিয়া সাহস ও অধ্যবসায়কে হৃদয়ে বদ্ধমূল করিয়া দিতে পারে? কার এরূপ সামর্থ্য আছে যে বুদ্ধি বাক্য ও কার্য্যাদি বিষয়িণী বিশুদ্ধ ... স্বাধীনতা প্রবৃত্তিকে উদ্দীপিত করিয়া তুলিতে পারে?

... বাহুল্যরূপে তাদৃশ উদার শিক্ষাদান ব্যবস্থার বিনা সম্পন্ন হইবার সম্ভাবনা নাই, ... এত অর্থ কোথা হইতে আসিবে? এ প্রশ্নের সমাধান প্রয়াস পাওয়াও আবশ্যক। চারলস ট্রিবিলিয়ান লার্ড বেণ্টিঙ্ক সম্প্রদায়ের লোক। বেণ্টিঙ্কের গবর্ণরী পদ কালে তিনি এদেশে ছিলেন। ব্যয় সংক্ষেপ কার্য্যে তাঁহার বিলক্ষণ প্রাবীণ্য আছে। ব্যয় সংক্ষেপার্থ তাঁহাকে অন্যত্র দৃষ্টিক্ষেপ করিতে হইবে না। তিনি এক বার, সৈন্য সংখ্যা ও সৈন্যের ব্যয়, পবলিকওয়ার্ক এবং ইংলণ্ডে ভারতবর্ষের বলিয়া যে ব্যয় হইতেছে; তাহার প্রতি দৃষ্টিপাত করুন, এই সকল বিষয় সংক্রান্ত অপব্যয় নিবারিত হইলেই বর্ষাকালের গঙ্গা স্রোতের ন্যায় আয়ের স্রোত বর্দ্ধিত ও প্রবাহিত হইতে থাকিবে। বাহুল্যরূপে এদেশীয় যোগ্য ব্যক্তিদিগকে উচ্চ পদ প্রদান করাও ব্যয় সংক্ষেপের একটী উপায়। উপসংহার স্থলে আর একটী বিষয়ের উল্লেখ করা আবশ্যক হইতেছে। ... অনেকের যেরূপ সংস্কার জন্মিয়াছে, এখন গবর্ণমেণ্ট স্বয়ং শিক্ষাদান ভারগ্রহণ না করিয়া যদি কেবল সাহায্য দান প্রথা অবলম্বন করেন, অনায়াসে কৃতকার্য্য হইতে পারেন, চারলস ট্রিবিলিয়ান সেই ভ্রমসংস্কারের পরতন্ত্র হইয়া যেন কার্য্য না করেন। আমরা পল্লীগ্রামের অভ্যন্তরে বাস করি; পল্লীগ্রামের সবিশেষ সংবাদ জানি; ... নিরবচ্ছিন্ন সাহায্যদান প্রথা অবলম্বন করিয়া কৃতার্থতা লাভের আশা ... বিলম্ব আছে।

আমেরিকার যুদ্ধ।

... বিবাদ ... আমেরিকার ... করিয়া ... সেই বিবাদেই ... করিয়া ... [illegible]

[illegible] দুই বৎসর গত হইল [illegible] যুদ্ধ চলিতেছে, কিন্তু এ পর্য্যন্ত [illegible] কিছুই স্থির হইতেছে না। [illegible] যে ভেটিনিয়ায় আছেন, [illegible] সেনাপতি [illegible] লোক লইয়া [illegible] দিকে সেনাপতি [illegible] সেনাপতি [illegible] সেনাপতি [illegible] বিদ্রোহী সেনাপতি [illegible] অপর দিকে সেনাপতি [illegible] করিতেছেন। [illegible] নিকটে [illegible] করিতেছেন। [illegible] বিদ্রোহী [illegible] সভাপতি লিঙ্কলন [illegible] বিদ্রোহীদিগকে [illegible] করিলেন [illegible] বিদ্রোহী [illegible] পরাজিত

[illegible] পার হইয়া পূর্ব্ব দিকে [illegible] ঢুকিয়াছেন। তাঁহার বিদ্রোহী [illegible] বিব্রত হইয়াছে। [illegible] কি না সন্দেহ স্থল।

যাহা হউক, আমরা আমেরিকার যুদ্ধে [illegible] পতি সত্ত হওয়া দেখিতেছি না। [illegible] বিভাগে যে প্রকার সাহস ও [illegible] প্রদর্শন করিতেছেন, তাহাতে [illegible] পতি ও সেনাপতিদিগকে [illegible] প্রশংসা করিতে হইতেছে। [illegible] দিগের কি একতা! কি সাহস! যত বার [illegible] দেশমধ্যে প্রবেশ করিতেছে, তত বারই পরাজিত হইতেছে! [illegible] পতি লিঙ্কলন বিস্তর লৌহাবৃত জাহাজ ও সেনা সংগ্রহ করিয়াছেন। দক্ষিণ বিভাগ একবারে রুদ্ধ হইয়াছে। তজ্জন্য বাণিজ্য একবারে বন্ধ হইয়া গিয়াছে। [illegible] ঘোর অন্ন অসঙ্গতি ও অর্থের [illegible] অসচ্ছল হইয়াছে। কেবল [illegible] লিঙ্কলনের ঘোষণা অনুসারে দাসদিগকে মুক্ত করিয়া দেওয়া হইতেছে। [illegible] কাফ্রি সেনা সংগৃহীত হইয়াছে। ইঁহারা বিলক্ষণ সাহস প্রদর্শন পূর্ব্বক যুদ্ধ করিতেছে। শুনা যাইতেছে সর্ব্ব স্থানেই প্রায় দাসেরা প্রভুদিগের বাটী দুর্গ ও গবর্ণমেন্টের সেনাদলে প্রবেশ করিতেছে। ফলতঃ বিদ্রোহীদিগকে বিবিধ প্রকার আক্রমণ সহ্য করিতে হইতেছে। [illegible] ক্ষোভের বিষয় এই, এ যুদ্ধে অসভ্যোচিত নিষ্ঠুর ব্যবহারও হইতেছে। সেনাপতি [illegible] বিদ্রোহী সেনাকে যুদ্ধে [illegible] র পর বধ করাতে সভাপতি [illegible] য়াছেন, যদি [illegible] তাঁহার [illegible] সমর্পণ করা না হয়, তাহা হইলে [illegible] গবর্ণমেন্টের আজ্ঞানুসারে তাঁহার [illegible] আর তাহাদিগকেও বধ করা [illegible] লিঙ্কলন ইহার প্রতিশোধ [illegible] থাকিয়া [illegible] করিল। ফরাসী বিদ্রোহের [illegible]

[illegible]

[illegible] বলিয়া পরিগণিত হইবে [illegible] নাই। [illegible] কারি সকলেই [illegible] হই[illegible] হেন, বরঞ্চ ও ইতর [illegible] [illegible] [illegible] বুদ্ধি [illegible] [illegible] হইতেছে, [illegible] যদি [illegible] স্বাধীন [illegible] [illegible] সমর্থ হন, তাহাকে ও [illegible] করিতে কেবল যে [illegible] [illegible] এরূপ নহে, ইদানীন্তন [illegible] [illegible] [illegible] হইবে। অপর, [illegible] [illegible] পরিত্যাগ করিয়া [illegible] [illegible] [illegible]। এটি কথা [illegible] [illegible] বিবর্জিত হইলে [illegible] অপূর্ব উৎপাদন করিতেছে, ইহা [illegible] বিষয় নহে।

বিবিধ সংবাদ।

২০এ পৌষ সোমবার।

[illegible] পরগণার অন্তঃপাতী [illegible] [illegible] ভারতবর্ষীয় [illegible] প্রতিষ্ঠিত হই[illegible] শ্রীযুক্ত বাবু [illegible] রায় চৌধুরী প্রধান উদ্যোগী। [illegible] [illegible] কর ও অনভিজ্ঞ, [illegible] [illegible] নিবারণের চেষ্টা করিবেন, [illegible] [illegible] কাজ করিবে, [illegible] [illegible] [illegible] তাহার উদ্ভাবন করিয়া [illegible] [illegible] পারেন, তদধিক [illegible] [illegible] পারিবেন।

[illegible] বলেন, সর [illegible] [illegible] [illegible] করিতে [illegible] [illegible] [illegible] করিবার স্থান স্থির করিয়া [illegible] [illegible] ভগ করা [illegible] [illegible] [illegible] ভারতবর্ষের [illegible]

[illegible] হইয়াছেন যে ব্যক্তি [illegible] [illegible] ছিল তাহার [illegible] হইয়াছে। [illegible] এক পত্র [illegible] [illegible] যে দুই [illegible] করা [illegible] [illegible] এক [illegible] কষ্টে এক [illegible] হইতে

[illegible] আইরল্যান্ডে [illegible] [illegible] [illegible] [illegible] আবিস্যপ্রি[illegible] [illegible] [illegible] [illegible]। তাহারা [illegible] [illegible] নাই। কেবল [illegible] [illegible] [illegible] আবিসয় ও সৈনিকদিগের [illegible] ঘটনা হয়।

১১ পৌষের [illegible] [illegible] রায় নামক যে [illegible] [illegible] নামে লেখকটিনী [illegible] [illegible] [illegible] [illegible] তাহার [illegible] [illegible] [illegible] হইয়াছে। গবর্ণর জেন[illegible] [illegible] সামরিক বিচারাল[illegible] [illegible] [illegible]।

[illegible] সিভিল ইঞ্জিনি[illegible] [illegible] এক [illegible] উঠিয়া যাইবে বি[illegible] [illegible] সম্ভাবনা আছে। গবর্ণমেন্ট যে প্র[illegible] ইঞ্জিনিয়র চাহেন, তদ্রূপ কোন ছাত্র [illegible] [illegible] না। ইহার মধ্যেই [illegible] [illegible] বিদ্যালয়ের ইঞ্জিনিয়র [illegible] [illegible] অসম্ভব। [illegible] হইবে এরূপ আশা আছে। অতএব এক্ষণে যদি বিদ্যালয়টি উন্[illegible] [illegible] [illegible] [illegible] হইয়া যা[illegible] ইবে।

[illegible] [illegible] [illegible] আগামি [illegible] [illegible] ইউরোপে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] নিম্নে [illegible]

	টাকা
ইউরোপে [illegible]	৪,০০,০০০
[illegible]	২,৮০,০০০
[illegible]	১,৫০,০০০
[illegible]	২,০০,০০০
সমুদায়	১৩,৩০,০০০

[illegible] ইউনাইটেড [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] এক [illegible] [illegible] [illegible] [illegible] ও [illegible] এক [illegible] এবং [illegible] [illegible] হইয়াছে। আমেরিকার [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] উহার সম্ভাবনা।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] কর [illegible] করিবার আজ্ঞা দিয়াছেন। [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] লোক, [illegible] [illegible] [illegible] [illegible] তাঁহাদিগের [illegible] হইতে পারেন।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] করে। [illegible] [illegible] [illegible] এক জন [illegible] [illegible] ছিল। [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] হইয়া [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ও এক [illegible] [illegible] করিয়াছে। [illegible] [illegible] পলায়ন করিয়াছে।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] হইবে। [illegible]

ভারতবর্ষীয় [illegible] [illegible] [illegible] [illegible] মৃত্যু হইয়াছে। [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] এক [illegible] করিয়া [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] এক জন [illegible] [illegible]।

[illegible] [illegible] [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] মাজিষ্ট্রেট [illegible] এক [illegible] পদ্যাম হওয়াতে. তাঁহার [illegible] চাঁদা পূর্ণ ২০ জিনি তাহা না ওঠাতে [illegible] সম্মানার্থ সাক্ষাতে প্রকাশ পাইল উহারা এ আর এক জন লেপ্টেনেন্ট ঐ কার্য্য করিয়াছেন। শেষোক্ত ব্যক্তি দোষ স্বীকার ও ক্ষমা প্রার্থনা করাতে মুক্ত হইয়াছেন। অন্যাধ্যক্ষের জন্য তাঁহাকে সামরিক বিচারালয়ে আনয়ন করা হইবে।

আলাহাবাদ গেজেট কহেন মাজিষ্ট্রেট পাইলার স সাহেব ভয়ানক অত্যাচারের এক দৃষ্টান্ত প্রদর্শন করিয়াছেন। ঐ মাজিষ্ট্রেট জমীদার বাবু ঈশ্বরী সিংহকে বিনা কারণে হত্যাকারী বলিয়া রুদ্ধ করেন। আট মাস পর্য্যন্ত তাঁহাকে এই অবস্থায় রাখা হয়। ঈশ্বরী সিংহ বারম্বার বিচারের প্রার্থনা করিয়া অকৃতকার্য্য হওয়াতে এক জন আটর্ণীকে নিজ পক্ষ সমর্থন করিতে বলেন। প্রথমতঃ মাজিষ্ট্রেট তাঁহাকে মোক্তার বলিয়া স্বীকার করেন নাই। মাজিষ্ট্রেট আপনার বাটীতে সাক্ষীদিগের জবানবন্দি লইয়াছেন। আসামীর কৈফিয়ত দিবার অবকাশ দেন নাই। আটর্ণী এ বিষয়ে কমিসনরের নিকটে আপীল করেন। কমিসনর হস্তক্ষেপ করিয়া লেপ্টেনেন্ট গবর্ণরের নিকটে আবেদন করেন। [illegible] রাজ তাহা না দেখিয়াই প্রত্যর্পণ করিয়াছেন। উত্তর পশ্চিমাঞ্চলের সদর আদালতে এ বিষয়ের নালিশ হইয়াছে। মাজিষ্ট্রেট যে দোষ করিয়াছেন তাহা তাঁহার বুদ্ধিদোষের জন্য নহে। ইহা তাঁহার [illegible] হেতুক হইয়া ঈশ্বরী সিংহের [illegible] কার চেষ্টা করা [illegible]। যাঁহা [illegible] সিবিলিয়ানদিগের বিশেষ ব্যবস্থা [illegible] হইবে না।

[illegible] জেনরল ৮ই ফেব্রুয়ারি [illegible] উপস্থিত হইবেন। [illegible] জিলি [illegible], [illegible] রায়গঞ্জ [illegible] যাইবেন। [illegible] এবং [illegible] স্থানে [illegible]। [illegible]

উকেলদের [illegible] পরীক্ষার ব্যবস্থা [illegible]।

কমিসনর বলেন, ভারতবর্ষের পোষ্টমাষ্টর জেনরল উত্তর পশ্চিমাঞ্চলের পোষ্টমাষ্টরের বেতন বৃদ্ধি করিবার প্রস্তাব করিয়াছেন। ১৫০০ টাকা ছিল, ২০০০ টাকার প্রস্তাব হইয়াছে। আমরা ইহার কোন কারণ দেখিতেছি না।

আর্ল অব চারলস [illegible] নিলিয়াম, লেডি এলগিন ও উড্রো সাহেব কলিকাতায় আসিয়াছেন।

২রা মাঘ বুধবার।

[illegible] সম্প্রতি একটি স্ত্রীলোকের চারিটি সন্তান জন্মে। ইহারা চব্বিশ ঘণ্টার মধ্যে জন্মে ও আটাইশ দিবস মাত্র জীবিত থাকে। স্ত্রী লোকটির অতিকষ্টে প্রাণ রক্ষা হইয়াছে। [illegible] বিখ্যাত চিকিৎসক [illegible] তাহার চিকিৎসা করিয়াছেন।

লাহোর ক্রনিকেল বলেন সবাই রাজার অনুরোধ অনুসারে গবর্ণমেন্ট মেজর [illegible] টমাস রিডকে তাঁহার মন্ত্রী করিয়া প্রেরণ করিয়াছেন। মেজর রিড রাজার নিকটে প্রতি মাসে সহস্র টাকা বেতন ও ভরণ পোষণের ব্যয় পাইবেন। উপরের সংবাদের ন্যায় ইহাও একটী নূতন সংবাদ বটে।

ঢাকা নিউস ঢাকা কালেজে ভাল অধ্যাপক নাই বলিয়া আক্ষেপ করিয়াছেন। গত বৎসর প্রবেশিকা পরীক্ষায় ঢাকা প্রধান হয়, এবার সকল কালেজের নিম্ন হইয়াছে। এ বিষয়ে উপদেশ কর্তৃপক্ষের কাছে যুক্তিযুক্ত বোধ হইবে।

লণ্ডনের দস্যু বৃত্তি ক্রমশঃ বর্দ্ধিত হইতেছে। পুলিস কর্ম্মচারিরা অতিশয় সতর্ক হইয়াছেন। তথাপি দস্যুরা লোককে আঘাত ও তাঁহাদিগের দ্রব্য লুঠ করিতেছে। [illegible] বিচারপতি ক্রমওয়েল সাহেব বলিয়াছেন, ইংলণ্ডের কারাগারে কঠিন পরিশ্রম ও [illegible] হয় নাই, আর কেন [illegible] মধ্যে দীর্ঘকাল [illegible] দিগকে [illegible] সেয় [illegible] ও পরিবার [illegible] দিয়া [illegible]। [illegible]

[illegible] নিউস [illegible] করিয়াছেন। [illegible] সে প্রকাশিকার [illegible]

৩রা মাঘ বৃহস্পতিবার। [illegible]

[illegible] মহীশূরের [illegible] করিয়া [illegible] শ্রীযুক্ত [illegible] তাঁহা [illegible] পীড়া [illegible] করিয়াছেন। [illegible] বিচার [illegible] করিয়া [illegible] তাঁহার [illegible] নাই। [illegible]

[illegible] জোরালো [illegible] সংখ্যা [illegible]

[illegible] এক জন পাত্র [illegible] উপলক্ষে এক জন [illegible] ছিলেন এমন সময়ে [illegible] তাঁহাকে বেষ্টন করে। [illegible] হয়। সাক্ষী [illegible] আর [illegible]

গরে বাধিয়া [illegible] কিন্তু সে এমনি দৃঢ় হইয়াছিল যে অন্য উপায় দ্বারা তাহার প্রাণ বিয়োগ [illegible] পুলিসের কি বীরত্ব ?

বীরভূমের [illegible] কোম্পানি অংশীদিগকে [illegible] শতকরা [illegible] লাভ দিয়াছেন।

[illegible] লোকেরা [illegible] পত্র প্রদান করিয়া [illegible] ১৮৬০ অব্দে যে যে [illegible] এক্ষণে প্রায় হইয়া [illegible] ।

[illegible] শিবির [illegible] দিয়া [illegible] ।

[illegible] পাইয়া [illegible] ।

[illegible]

[illegible]	[illegible]
[illegible]	[illegible]
[illegible]	[illegible]
বেহার	[illegible]
[illegible]	[illegible]
ভারতবর্ষের	[illegible]
[illegible]	[illegible]
[illegible]	[illegible]
টাকা	[illegible]

হিসাব অপেক্ষা [illegible] ।

[illegible] উত সম্প্রতি [illegible] ভারতবর্ষে [illegible] যে কাজ হইতেছে [illegible] কি নবাব আমাদিগকে [illegible] হইবে ? তিনি আরও বঙ্গদেশে [illegible] প্রাপ্ত হইয়াছেন।

[illegible] সংবাদ পাইয়াছেন বিদ্রোহী [illegible] আমাদিগকে সম্প্রতি [illegible] আমেরিকা গবর্ণমেন্টের [illegible] করিয়াছে। অনেক ইংরাজ [illegible] হইতে হইবে [illegible] জাহাজ চালাইবেন [illegible] বিদ্রোহীদের [illegible] ।

উক্ত পত্র প্রেরক [illegible] গবর্ণমেন্ট শীঘ্র [illegible] সেনা প্রেরণ করিবেন। কমিসন রিপোর্ট করিয়াছেন উক্ত শিবির অস্বাস্থ্যকর আছে। আমি [illegible] কর্তৃপক্ষের ইচ্ছার উপরেই নির্ভর করিতেছে কখন কোন স্থান কাহার ইচ্ছায় স্বাস্থ্যকর কাহার ইচ্ছায় অস্বাস্থ্যকর হয়। এসময়ে তিন চারি কোটি টাকা ব্যয় করিয়া অন্য অন্য স্থানে শিবির [illegible] কার্য্য সন্দেহ নাই।

[illegible] গবর্ণমেন্ট শাখা রেইলওয়ে ও তাহার শাখা রাস্তা সকলের বিষয়ে কয়েক খানি পত্র প্রকাশ করিয়াছেন। নদীয়া জিলার কয়েকটি শাখা রাস্তা হইতেছে। বারাসত হইয়া যশোহরের শাখার কত দূর ?

ফ্রেণ্ড অব ইণ্ডিয়ার একজন মুরশিদাবাদ হইতে লিখিয়াছেন, যদিও সিবিলিয়ানেরা আপন আপন সীমার মধ্যে ভূমি ক্রয় করিতে পারিবেন না আইন আছে তথাপি [illegible] ৩০,০০০ টাকায় ক্রয় করিয়াছেন। অপর, নবাব সম্প্রতি আপনার দুই স্ত্রী ও এক কন্যার জন্য অধিকতর বৃত্তি চাহিয়াছেন। কিন্তু প্রকাশ হইয়াছে তাঁহার একটি মাত্র বিবাহিত স্ত্রী, আর সকল বেশ্যা। কন্যাটি বিবাহিত স্ত্রীর গর্ভজাত নহেন। নবাবের ইন্দ্রিয়ের চরিতার্থতা [illegible] শিবির অন্যান্য চতুর্দ্দিক হইতে সুন্দরী স্ত্রীলোক ক্রয় করা হইয়া থাকে। লেপ্টেনাণ্ট গবর্ণর ও নবাব প্রভৃতির রাজনীতি ও ধর্ম্মনীতি প্রভৃতি উল্লঙ্ঘনে দোষ কি।

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া ত্রিবাঙ্কোরের মন্ত্রী মাধব রাও [illegible] একটি উৎকৃষ্ট প্রস্তাব লিখিয়াছেন। মাধব রাও ইংরাজীতে কৃতবিদ্য হইয়াছেন। ত্রিবাঙ্কোরের বৃদ্ধ রাজা [illegible] তাঁহাকে নিযুক্ত করেন, বর্ত্তমান রাজা তাঁহার ছাত্র। [illegible] রাজ্যের এত বিশৃঙ্খলা [illegible] ভারতবর্ষের [illegible] গবর্ণমেন্টের [illegible] ।

[illegible] পরিত্যাগ করিয়াছেন।

উক্ত পত্র [illegible] ইংলণ্ডীয় গবর্ণমেন্ট [illegible] থাকিবার [illegible] বাঁচি, ঐ সকল [illegible] হয়।

[illegible] ২১ [illegible] শুক্রবার।

[illegible] সেই পুষ্করিণীর [illegible] হইতেছে [illegible] মজুর [illegible] শিবির নীচে হইতে [illegible] হঠাৎ শিবির [illegible] হইয়া [illegible] মজুর [illegible] হইয়াছে। [illegible]

ইণ্ডিয়ান [illegible] স্ত্রীলোকদিগের জন্য স্বতন্ত্র গাড়ী [illegible] প্রার্থনায় রেইলওয়ে কোম্পানি ও [illegible] রাছেন। আমাদিগের [illegible] এক্ষণে যে [illegible] অবস্থা, তাহাতে [illegible] আবশ্যক, কিন্তু সভার আবেদন [illegible] এই প্রার্থনা গ্রাহ্য হয়, বেশ্যারা ঐ [illegible] উঠিতে পারে।

[illegible] এক জন [illegible] লাক্ষেসারের [illegible] ১০,০০০ টাকা কর্জ দিয়াছেন। [illegible] এক জন [illegible] চারি টাকা সুদের গবর্ণমেন্ট [illegible] তাহার [illegible] পোষণার্থ প্রদান করিয়াছেন। [illegible] নাই। [illegible]

[illegible]

...র মধ্যে ... ক্রমাগত, আসবাব, বিছানা, তাক, ... সংগ্রহপূর্ব্বক ... দিবে, ... উপস্থিত ছিলেন। কিন্তু তাঁহারা ... গ্রহণ করেন নাই ... কেবলই ... করিয়াছেন।

আমেরিকার এই উদ্যোগী জাতি ... অধিক আহার না করিয়া থাকিতে পারে। সম্প্রতি দুই হইয়াছে এক ব্যক্তি ৩৮ দিবস আহার প্রাপ্ত হয় নাই, তথাপি তাহারদিগের ... শক্তি ছিল, কিন্তু তাহাদিগের ... প্রায় হইয়াছিল। বিজ্ঞানবিৎ পণ্ডিতেরা ... দেখিয়া অনুমান করিয়াছেন শীত প্রধান স্থানে বাহারা মাংস ও তৈলাক্ত দ্রব্য আহার করে তাহারা এই প্রকার বহুদিবস ক্ষুধা সহ্য করিতে পারে।

লণ্ডনের এক রেইলওয়ে কোম্পানি রাস্তার নল পাতিয়া বায়ুযোগে শকট চালাইবার চেষ্টা করিতেছেন। ইহাতে অগ্নির প্রয়োজন ... । শকট প্রতিঘণ্টায় ১৭৫০ ক্রোশ যাইবে। আমরা কবে পেণ্ডলমের বায়ু গাড়ি চলিতে দেখি এই।

ফিনিক্স বলেন গত বুধবার লর্ড চার্লস ... উইলিয়াম পোষ্ট আফিস ও টাকশাল দর্শন করিতে গিয়াছিলেন। তত্রত্য কর্ম্মচারিরা ... ইহাতে স্থির করিয়াছেন তাঁহাদিগের অনেক ... অর্থ উঠিল। লর্ড চার্লস ... যেন ... হস্তার্পণ না করেন।

৫ ই মার্চ শনিবার।

ভারতবর্ষীয় সৈন্যের এক জন কর্ম্মচারি ... সমাচার পত্রে মিথ্যা নিন্দা ... সম্পাদকের নামে পুলিসে অভিযোগ করেন, তাহাতে ... সাহেব আসামীর ... হইয়া বলিয়াছেন যে আসামী একণে অকারণ মিথ্যা নিন্দা করা হইয়াছে বুঝিতে পারিয়া অনুতাপ করিতেছেন এবং বাদীর ... হইয়াছে তাহা পুনঃ প্রদান করিতে ... আছেন। অনুতাপই যথেষ্ট শাস্তি।

পেশোয়ারে ... হইয়াছিল কিন্তু কোন ক্ষতি করে নাই।

... বলেন কাবুলে ব্যভিচার ... স্ত্রীর মস্তক ও পুরুষের ... মুণ্ডন করিয়া তাহাদিগের ... উপরে ... করিয়া দেওয়া হইবে। আর এক ... চোরের হস্ত ছেদন ... দণ্ড হইবে। কাবুল অদ্যাপি সেই পূর্ব্বকাল স্মরণ করাইয়া দিতেছে।

... উপলক্ষে ... হইতে ... লক্ষ লোক আর নেপালের ২০০০০ ... কাশীতে সমবেত হইয়াছিল।

গত বারের ওয়েষ্টমিনিষ্টর রিবিউ নামক পত্রের ... ভারতবর্ষীয় বিচার কার্য্য পরিবর্ত্তন ... করিয়া তর্ক বিতর্ক করা হইয়াছে। ইংলণ্ডের ... বিষয়ের আন্দোলন হইলেই ... দোষ নিবারণ হইতে পারে।

... মিরর বলেন, বাঙ্গালা দেশের লেপ্টনেন্ট গবর্ণর ১১ই জানুয়ারি পাটনায় যাত্রা করিবেন। প্রত্যাগমন কালে কিছু দিন দার্জিলিঙে থাকিবেন।

উক্ত পত্র আরো বলেন ত্রিবাঙ্কুরের রাজা নিজ রাজধানীতে গমন করিয়াছেন এবং কোচিনাধিপতি মান্দ্রাজে আসিবেন।

উক্ত পত্র আরো বলেন বাবু কেশবচন্দ্র সেন ব্রাহ্মধর্ম্মানুসারে ... পুত্রের অন্নপ্রাশন দিয়াছেন। আমাদিগের এক জন পত্রপ্রেরক লিখিয়া পাঠাইয়াছেন, তৎকালে পৌত্তলিকদিগের ন্যায় ... ইত্যাদি প্রার্থনা করা হইয়াছিল। কেশব বাবু একপ করিবেন আমাদিগের ত একপ বোধ হইতেছে না।

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

এই জানুয়ারি বুধবার ব্রহ্মদেশীয় রাজার সহিত ... গবর্ণমেন্টের যে সন্ধি হইয়াছে সেইন সাহেব তৎসংক্রান্ত এক বিল সিলেক্ট কমিটির হস্তে অর্পণ করিয়া দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে অনুমতি করিয়াছেন।

তিনি আরও দার্জিলিঙ উপনিবেশের ... কার্য্য বিচারের উচিত বিল সিলেক্ট কমিটির হস্তে প্রত্যার্পণ করিয়া তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলিয়াছেন।

... সাহেব ... ব্রহ্মদেশের ... কার্য্য নির্ব্বাহ করিবার ... বিচার ক্ষমতা নির্দ্দিষ্ট ... আর উক্তপ্রদেশে কতগুলি আইন ... করিবার অভিপ্রায়ে যে বিল করিয়াছিলেন সিলেক্ট কমিটির রিপোর্টে তাহা পাশ হইয়াছে। সাধারণ নিয়মাতীত প্রদেশের বিচার ... হইতে ... নিকটে আপীল করিবার জন্য ... সাহেব যে বিল করিয়াছেন সিলেক্ট কমিটির রিপোর্টানুসারে ... হইয়াছে। প্রিন্স অব ওয়েলস, ... দ্বীপে ও মালাক্কা উপনিবেশের পুলিস নিয়ম সংশোধন করিবার জন্য তিনি যে বিল সিলেক্ট কমিটির হস্তে অর্পণ করিয়াছিলেন, তাহা ... হইয়াছে।

—— ২২৯

ইউরোপীয় সমাচার।

লণ্ডন ১৮ই ডিসেম্বর ... স্থির গবর্ণমেণ্ট ... ডিউক ... কে ইংলণ্ড গ্রীসকে আইওনিয়ন দ্বীপ পুনঃপ্রদান করিবেন। আর পোর্টুগালের রাজকুমার ... গ্রীসের সিংহাসন ... অনুরোধ করিয়াছেন। সভাপতি লিঙ্কলন ... অনুরোধ করিতেছেন।

... ১৪ই জানুয়ারি ... সেই সভার অধিবেশন ... ।

ফেডেরল ... সম্পূর্ণ পরাভব করিয়াছেন ... সেপারেটিষ্টদের ... উপস্থিত ... বিশিষ্ট ... প্রভুক্ত ডাক্তার ইউইলিয়ম ও ... আছিল, সভার ... পতিত হইয়াছেন ... মান্দ্রাজ ... বিষয় ... ।

প্রিন্স অব ওয়েলস ইংলণ্ডে ... করিয়াছেন ... আগামী ... সম্পন্ন হইবে।

তুলার ... উপস্থিত হইয়াছে। ... লাভ করিবেন।

... সিটীন (...) ... ইয়াছেন। ১২২

লণ্ডন—২৬৪ ডিসেম্বর। ... সাহেব ... বোধ ... পর বিক্টোরিয়ার উত্তরাধিকারী হইবেন।

নিউইয়র্ক—১৩ই ডিসেম্বর। ... উত্তরাপক্ষের লোকেরা ... কনফেডরেট ... উপস্থিত হয়। ... তাহার ... আর ... ।

পারিস—২৫৪ ডিসেম্বর। ... বার নিমিত্ত ... হইয়াছে।

লণ্ডন—২৫৪ ডিসেম্বর ... গ্রীসের ... ইংলণ্ড গ্রীসকে আইওনিয়ন দ্বীপ ... করিয়াছেন ... ।

... রাজ ... হইয়াছেন। ১২২

লণ্ডন—২৫ এ ডিসেম্বর। ১৩ই ডিসেম্বর ... যুদ্ধে আমেরিকার উত্তরাংশের ... কনফেডারিটরা আক্রমণ করিয়া ... ভিতর ... সমরাপরাধ যুদ্ধ ... ঐ যুদ্ধে দুইজন সেনাপতি কাল কবলে ... ৫ জন আহত হইয়াছেন বোধ ... পুনর্ব্বার যুদ্ধ হইতে পারে ... কনফেডারিটরা ... দুর্গ রক্ষা করিয়াছে।

জেনরাল ... সৈন্য ... নির্ম্মাণ করিয়া নদী পারে আসিয়াছেন, ... পরাস্ত হইয়াছে। কনফেডারিটদের ... ।

…হ ঐ যুদ্ধে উত্তরদলের ৩০০০ টাকা প্রায় হইয়াছে। এডওয়ার্ড পার্সিন জিবিনি সা- কলিকাতা বিচারকের পদে নিযুক্ত হই- য়াছে।

…নগর—২৭এ ডিসেম্বর। আমেরিকার উত্তর- দের. জোজেফ ৫০০০০ টাকা মুক্ত হওয়াতে …রূপ পরাজিত হইয়া। সেপানের মন্ত্রী …র পলায়ন করিয়াছে।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনন্টগবর্ণরের আজ্ঞানুসারী নিয়োগ।

৩১ এ অক্টোবর—নিম্নলিখিত ব্যক্তিরা …সিদাবাদের নিজামত বিদ্যালয়ের তত্ত্বাব- …জন্য সাধারণ বিদ্যা শিক্ষা কমিটির সভ্য …হবেন।

রাজা প্রসন্ননারায়ণ দেব।

নবাব ইমাম আলির আমীর।

নবাব উমদ আলির আলী খাঁ।

জি, বাসলার সাহেব।

২৪ এ ডিসেম্বর—জি. ডবলিউ. ভিডিয়া সাহেব …লাভোরিটির বাহাদুর. ?

২৯ এ ডিসেম্বর—ডবলিউ, এস, আটকিনসন …র বেথুন বিদ্যালয়ের সভার একজন সভ্য …বেন।

৩১ এ ডিসেম্বর—[illegible] কালেজের প্রিন্ …র পরীক্ষোত্তীর্ণদিগের আকাডিমিক বি- …র রেজেষ্টারি সহবের তৃতীয় শ্রেণীর পরী- …ক আসিষ্টান্ট হইবেন।

…বেণারিজন এল, জি, জিল।

…মাক্সাজ এচ, জে।

…ডিষ্ট্রিক্ট সহকারী কমিসনর এচ, উইলসন, …জনন হইতে মনপ্রাপ্ত অবসর হইবেন।

…হিগিন্স সাহেব ১৮৬২ অব্দের ৯ আইন …রে নিযুক্তিদের জন্য চট্টগ্রামের দলীল …জের রেজিষ্টর হইবেন।

৭ই জানুয়ারি—এ. জে. ইলিয়ট সাহেব …নিধি নিমকচৌকির কণ্টোলার হইয়া ১৮৬… সর ১৯ আইনের ৩৮ ধারানুসারে …জিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

৯ই জানুয়ারি—এ. এইচ জেকব সাহেব …সাহেব পুলিসের তৃতীয় শ্রেণীর সহকারী …রিণ্টেণ্ডেণ্ট হইবেন।

২৪ এ [illegible]—আর, টি. এফ হচিসন …১৮৬১ অব্দের ৯ আইনের অনুসারে …[illegible] [illegible] এজারেন্সের …রেজেষ্টর হইয়া[illegible]

১ ই জানুয়ারি—লেপ্টেনন্ট জি, সি, ডি লা… …সাহেব [illegible] আসিষ্টান্টের আসিষ্টান্ট সহ- …[illegible] নিযুক্ত হইল. ১৮৬১ অ- …র ১৪ আইনের ৪৬ ধারানুসারে ম্যাজিষ্ট্রেট …তীয় শ্রেণীর অধীন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা …প্ত হইয়াছেন।

৮ জানুয়ারি—বাবু [illegible] …৬ আইনানুসারে [illegible] অমিল …

…জ্বাবের [illegible] রেজিষ্টর হইয়াছেন।

৮ই জানুয়ারি—সাসিরামের সহকারী মা- জিষ্ট্রেট জে, জি, জে বিউইট সাহেব সাহা- বাদের মাজিষ্ট্রেট ও ডেপুটি কলেক্টর হইয়া- ছেন। উক্ত সাহেব ১৮৩৫ অব্দের ৯ আইনের …শীর্ষক আইনের নিয়োজিত কর্মচারীরা ১৮- ৩৯ অব্দের ৭ আইনের ও ১৮১৯ অব্দের ১০ আইনানুসারে নিমকচৌকির সুপারিণ্টেণ্ডেণ্টের ক্ষমতা প্রাপ্ত হইয়া নিম্নলিখিত স্থলে নিযুক্ত হইয়াছেন।

সি এ, হিল্স সাহেব জাইণ্টমেজিষ্ট্রেট ও ডেপুটি কলেক্টরের প্রতিনিধি হইয়াছেন।

ডবলিউ সারমন সাহেব ও বাবু ভগবানচন্দ্র ঘোষ ডেপুটি মেজিষ্ট্রেট হইয়াছেন।

আর, পামবরি সাহেব বেহারের সহকারী সিবিল সর্জ্জনের প্রতিনিধি হইয়াছেন।

জে, জি, ফ্রেঞ্চ মৈমনসিংহের সহকারী সি- বিল সর্জ্জনের প্রতিনিধি হইয়াছেন।

লেপ্টেনন্ট সি, বেউটার সাহেব ১৮৬৪ সালের ১০ আইনের ১ম ধারানুসারে কামরূপের সহ- কারী কমিসনর হইয়াছেন।

জাহানাবাদের ডেপুটি মেজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর সি, জি, ডি, বেটস সাহেব বীরভূমে বদলি হইয়া তত্রত্য মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

১০ই জানুয়ারি—মেজর ডবলিউ এ, এ, টমসন সাহেব বহরমপুরের মিউনিসিপাল কমিটির একজন সভ্য হইয়াছেন।

জে, এ, ওল্‌কিনস সাহেব বেহারের মেজি- ষ্ট্রেটের ও কলেক্টরের সহকারী হইয়া ১৮৬১ অব্দের ২৫ আইনের ১২ ধারানুসারে দ্বিতীয় শ্রেণীর মেজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

এইচ ক্লার্ক সাহেব বাকুড়ার মাজিষ্ট্রেট ও কালেক্টরের সহকারী হইয়া উক্ত আইনের অনু- সারে দ্বিতীয় শ্রেণীর মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইবেন।

জে জে ম্যাকডল সাহেব পুরীর মাজিষ্ট্রেট ও কলেক্টর ও [illegible] সহকারী হইয়া উক্ত আইন অনুসারে দ্বিতীয় শ্রেণীর মাজিষ্ট্রে- টের ক্ষমতা পাইয়াছেন।

বাবু গিরিশচন্দ্র ঘোষ বর্দ্ধমানের প্রধান সদর আমিন হইবেন। কিন্তু যে পর্য্যন্ত মুনসেফ, কোন অনুমতি না হয় ততদিন বাখরগঞ্জের প্রধান সদর আমিনের প্রতিনিধি থাকিবেন।

সদর আমিনের প্রতিনিধি মৌলবী [illegible] সি[illegible] সদর আমিন ও সবর্ডিনেটের মুন্সেফ হইয়াছেন।

মৌলবী আলি হোসেন কিছুদিনের জন্য স- দর আমিন হইয়াছেন।

বাবু মাধবচন্দ্র চৌধুরী বাঁকুড়ার সদর আ- মিন ও সবর্ডিনেটের মুন্সেফ হইয়াছেন।

১৩ই জানুয়ারি—এইচ উড্রো সাহেব মধ্য- বিভাগের [illegible] হইয়াছেন।

…

পত্রপ্রেরকদিগের প্রতি।

[illegible]

পরে অভদ্রোচিত ভাষায় [illegible] …দের বহুতর দুর্দ্দশা ঘটিত পত্র …হ পুনর্ব্বার বর্দ্ধি প্রকাশ করিতে পারি… …ইন। বিলাম। দীর্ঘ হওয়ায় পরিত্যক্ত হইল।

কাশীর শ্রীকৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় যে …আপত্তি করিয়াছেন, তদ্বিষয়ে বক্তব্য এই, প… …চিত ও বিশ্বস্ত ব্যক্তি লিখিয়া না পাঠাইলে …আমরা সকল বিষয় প্রকাশ করি না।

শ্রীকৃষ্ণমোহন রায় প্রভৃতি যে বিষয় …ইচ্ছা করিয়াছেন, তাহা ঐহিক বিষয়, তাহাতে …মোকদ্দমা আদালতের সম্বন্ধ ঘটিতে পারে না।

কাশীর ইংরাজি বিদ্যালয় হইতে যে পত্র …আসিয়াছে, তাহাকে কোন পরিচিত ব্যক্তির …স্বাক্ষর না থাকাতে প্রকাশিত হইল না।

বাখরগঞ্জের কোন মুনসেফের চরিত্রে দোষারোপ করিয়া যে পত্র আমাদিগের নিকটে প্রেরিত হইয়াছে, তাহাও ঐপ্রকার উক্ত কারণে পরিত্যক্ত হইল।

গোপীনাথপুরের মুন্সেফ ঘটিত পত্র ও অ… …কয়েক খানি পত্র এবারে রহিল]

প্রার্থিত, বিবিধ অনেক পত্র সোমপ্রকাশে প্রচারিত হইয়াছে, একসংক্রান্ত পত্র প্রচারে …আর আমাদিগের ইচ্ছা নাই, এই হেতু …শ্রীগোপাল চন্দ্র চক্রবর্ত্তী,, এই স্বাক্ষরিত …পত্র পরিত্যক্ত হইল।

নবগোপাল বসুর পত্রে অত্যুক্তি দো… …আছে বোধ হওয়াতে প্রকাশিত হইল না।

উমেশ চন্দ্র সান্ন্যাল যে বিষয় লিখিয়াছেন …তাহাতে আমাদিগের সংশয় হওয়াতে আমরা …প্রকাশ করিতে পারিলাম না।

“ন চ ম,, এই স্বাক্ষরিত পত্র পাঠ করি… …পাঠকগণের প্রীতি জন্মিবার সম্ভাবনা নাই।

শ্রীরামকান্ত দত্ত সারাবণ দত্তের নামগ… …শ না করিয়া যে পত্র প্রেরণ করিয়াছেন তাহা …প্রকাশিত হইল না। তাহার কারণ এই, অপরি… …চিত ব্যক্তি কৃতনিশ্চয় পত্র প্রকাশ… …আমাদিগের চিত্ত সংশয়াকুল হইয়া থাকে।

প্রেরিত

সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু।

মুখপত্র আমরা সোমপ্রকাশ পাঠের নিমি… …অতিশয় উৎসুক কিন্তু নিয়মিত সময়ে ত… …পাঠ আমাদিগের অদৃষ্টে ঘটিয়া উঠে না, এম… …১২৭১ সালের ৩ ৭ই আশ্বিনের পত্র মু… …৯ই আশ্বিনে ও ১১ই কার্ত্তিকের পত্র ত… …১৯ শে দিবসে ও ১০ অগ্রহায়ণের ও ত… …১৭ই দিবসীয় পত্র মুদ্রণ ২৫ শে দিব… …প্রাপ্তি হইয়াছে। সাধারণতঃ সপ্তাহ কাল …তীত না হইলে কোন পত্র প্রাপ্ত হ… …[illegible] গ্রাহকের পক্ষে এক আশ্চর্য্য ঘটনা …কদাচিৎ সপ্তাহকালের কোন পত্র প্রাপ্ত হই… …[illegible] আমার আশঙ্কা হয়। [illegible] …[illegible] সোমপ্রকাশের শিথিলতা কদাচ বো…

হয়েছে, [illegible] কোন পরি-
[illegible] সোমপ্রকাশের পত্রিকার প্রায় [illegible]
[illegible] আমার [illegible]
[illegible] বিদ্যুল্লতার [illegible] কারণ,
[illegible] হেতু কেহ নহে। [illegible]
[illegible] পবিত্র [illegible]
[illegible] অপবিত্র [illegible]
[illegible] বহুব্যক্তি [illegible]
[illegible] হইয়া থাকেন, অর্থাৎ আমার [illegible]
[illegible] সোমপ্রকাশের কথন [illegible]
[illegible] শরীর [illegible] হয়। ফলতঃ
[illegible] বিষয়ে আমার [illegible]
[illegible] কিছুই
নাই। আমার যে [illegible] আছেন, [illegible]
[illegible] তাঁহাদের [illegible]
[illegible] উপকারী। [illegible]
[illegible] কোন ব্যক্তি [illegible]
[illegible] গ্রহণ করেন না।
[illegible]
[illegible] কিন্তু বিনা [illegible] হইতে [illegible]
[illegible] নাই, কেবল [illegible]
[illegible] প্রায় [illegible]
[illegible] হইয়া থাকে। কোন [illegible]
[illegible]

[illegible]

(বিজ্ঞাপন।) বিশেষতঃ এদেশের লোকের আর [illegible] কাল। সে বাহাদুরীর মহাশয়! যাঁহারা কি চির- রোগীই থাকিবেন, তাঁহারা কি সুচিকিৎসার অধিকারী হইবেন না? সে রোগের কি উপযুক্ত ঔষধ নাই? অনেকদিন হইতে শুনিতেছি পুলি- শের [illegible] হইবেন, তাহাদিগের [illegible] সন্দেহ নাই, কিন্তু তাহাকেও যেন আবা- র সে রোগে আক্রমণ না করে। যেমন—[illegible] [illegible] কিছু ছোট নহে তাহার বেতনও কম নয়, কিন্তু কতকগুলি [illegible] সে পদ- টিকে এমনি [illegible] করিয়া ফেলিয়াছে যে ভদ্র- লোকে মাথা মুড়ে সে পদ স্বীকার করিতে ইচ্ছা করেন না, লোকে [illegible] [illegible] কার্য্যে [illegible] করিতে হয় এবং কথায় কথায় [illegible] কিন্তু [illegible] [illegible] মহাশয়েরাই যে তাহার কারণী- ভূত হইয়াছেন, তাহা কেহই অনুধাবন করে- ন না।

১৪ পৌষ।
১২৮৯ অব্দ।
[illegible]

কস্যচিৎ [illegible] নিবাসিনঃ।

—০—

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয়
সমীপেষু।

মহাশয়! [illegible] প্রধান [illegible] এবং [illegible] থাকে। [illegible] [illegible] যে [illegible] [illegible] তাহার [illegible] প্রধান [illegible] এক- [illegible] উপস্থিত হইয়াছে এবং ব্রাহ্ম ধর্ম্মের প্রতি সকলের দৃষ্টি পড়িয়াছে। [illegible] উপলক্ষে ব্রাহ্ম সমাজের [illegible] অনুষ্ঠান করিয়া [illegible] [illegible] দুর্ভিক্ষপীড়িত ব্যক্তিদিগের [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] তাঁহারাই অগ্রগামী হইলা তাঁহা [illegible] পীড়িত ব্যক্তিদিগের [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] পৃথিবীর [illegible] উপস্থিত হইক [illegible] [illegible] ব্রাহ্মসমাজের [illegible] লোকের [illegible] ব্রাহ্মগণ [illegible] ধর্ম্মের গৌ- রব রক্ষা করা উচিত।

২ পৌষ। [illegible]

কস্যচিৎ [illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয় সমীপেষু।

[illegible]
[illegible]

[illegible] করিয়াছেন। [illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible] সর্ব্বদা [illegible]
[illegible]
[illegible] আছে। [illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
কর্ত্তব্য। [illegible]

[illegible]

এই [illegible]
লিখিতে হইলে [illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible] আছে। [illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible] হয়? [illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible] কেহই নাই।
[illegible]
[illegible]
[illegible]

[illegible] ভুক্তের জন্য [illegible] অদ্যবধি সাহায্য দ-[illegible] সুধাকরের হাতে [illegible] দিয়া কিঞ্চিৎ [illegible] পর ওয়াদার পর্য্য-[illegible] হইয়াছে, আমি [illegible] আলোকের উপায় [illegible] লেখকের মহাশয় [illegible] তাহার বিস্তারিত [illegible] রূপ যৌবাস্থা হইতে [illegible] বিদ্যাপান হইবেন [illegible] করিলে আমি [illegible] যে [illegible] মহাশয়! মদ্যাবধি [illegible] সম্পাদক বড় প্রস্তাবে যথা [illegible] আদালত নাই, কলিতা অতিরিক্ত রূপ যুক্ত করিয়া লইয়া যাইতেছে। তাহারা [illegible] ও বিদ্যালায় যেমন উপায় অবলম্বন করে অদ্য বিধবার্থ অটল প্রায় হইতেছে, [illegible] সমূহে উৎপা লিখিতেও অসমর্থ [illegible] ভয়ে ভাবিতাছি।

[illegible]

চ. ম. ম

ইংরাজী বিদ্যালয়

কাঁথী [illegible]

২২এ ডিসেম্বর ১৮৬২,—

শ্রীযুক্ত সে[illegible] [illegible] সম্পাদক

মহাশয়েষু।

সুধাকরের সংবা-[illegible] সংবাদ পাঠকরি-[illegible] আত্মার মজিলপুরস্থ [illegible] লিখিয়াছেন যে " [illegible] ভক্তিবাদনাত। লেখেন [illegible] পুরোহিতের [illegible] বিশেষ [illegible] কাঁথী [illegible] [illegible] কলেজের কোন ছাত্র যে তাঁহা [illegible] করেন, তাহা উক্ত বালিকাবিদ্যালয়ের [illegible] এবং সেই সকল টা-[illegible] বিদ্যালয়ের কোন কার্য্যে ব্যয়িত হয় না। [illegible] তাহারা বিদ্যালয়ের [illegible] অধ্যক্ষের আন্তরিক মত লইয়া টাকা দেন। [illegible] বিদ্যালয়ের যথার্থ সাহায্য করা [illegible]।" কিন্তু আমার প্রথম জিজ্ঞাস্য এই যে উ-[illegible] সেই [illegible] নাম কি

দ্বিতীয়তঃ উক্ত বালিকাবিদ্যালয়ের নাম-[illegible] করিয়া কেহ [illegible] দুই বৎসর অতীত, [illegible] কলেজের [illegible] ও অন্যান্য [illegible] মহাশয়গণের [illegible] হইতে [illegible] বালিকাদিগের [illegible] ও অন্যান্য [illegible] মজিলপুর, [illegible] বিদ্যালয় ও তথাকার [illegible] নাম [illegible] করিয়া [illegible] কোন কোন বিদ্যালয়ের [illegible] দেওয়া যায়। [illegible] বিদ্যালয়ের অর্থদান করা (অর্থাৎ [illegible] যেরূপ [illegible]) [illegible] উদ্দেশ্য তা নহে।

১ম বালিকা বিদ্যালয় [illegible]

[illegible] কিছুই পান [illegible]

[illegible] শ্রীযুক্ত বাবু [illegible]

[illegible]

সে সময়ে ও আবশ্যকমত [illegible] ভা-[illegible] মজিলপুর হইতে [illegible] পর [illegible] মাস অবধি বালিকা বিদ্যালয় যাহপর নাই হী-নাবস্থায় পতিত হয় পরে শ্রীযুক্ত বাবু [illegible]চন্দ্র মিত্র অনুগ্রহ করিয়া উক্ত কার্য্যের ভারগ্রহণ করিলেন। এক্ষণে সুধাকরের মজিলপুরস্থ সং-বাদদাতা এক্ষণে [illegible] প্রভৃতি [illegible] না কোন কল্পিত অধ্যক্ষের [illegible] এই সংবাদ প্রচার করিয়াছেন?

৪র্থ। [illegible] টাকার কিছুই বালিকা বি-দ্যালয়ের জন্য ব্যয়িত হয় না ইহাও [illegible] কি বি-দ্যা বালিকা বিদ্যালয়ের বর্ত্তমান সম্পাদক শ্রীযুক্ত বাবু [illegible]চন্দ্র মিত্র ইহার উত্তর দেন এই আমার অনুরোধ।

সম্পাদক মহাশয় এক্ষণে আমি বিনয় পূর্ব্বক আপনাকে নিবেদন করিতেছি। বিবেচনা করি-য়া দেখুন এবিষয়টি বড় উপহাসের বিষয় নয়। উক্ত সুধাকর সংবাদদাতা [illegible] চরিত্রকে কত দূর কলঙ্কিত করিয়াছেন "আমি দেশের হিতসাধ-নজন্য [illegible] সংগ্রহ করি এবং সে অর্থ [illegible] [illegible] মান্য লোকের কথা [illegible] সুধাকর স-[illegible] প্রমাণ ও সংবাদ [illegible] আপনি সুধাকরে [illegible] করিয়া লিখিবেন।

সম্পাদকের কার্য্য অতি গুরুতর। [illegible] [illegible] শিষ্টাচার [illegible] বিমুখ হওয়া প্রত্যেক সম্পাদকের কর্ত্তব্য।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু।

[illegible] এতদ্দেশে ব্যাঘ্রে যে কত মনুষ্য বধ করিয়াছিল তাহা সংখ্যা করা কঠিন। এবংসেরও প্রায় তদ্রূপ হইবার উপক্রম হইয়াছে সম্প্রতি গো মেষ ইত্যাদি পশুদিগের প্রাণবধ করিতেছে। কিন্তু সতর্কতা প্রযুক্ত মনুষ্যমণ্ডলী-তে প্রবেশ করিতে পারে নাই। কি [illegible] কি [illegible] সকলেই দুই এক দণ্ড বেলা থাকিতে স্বীয় স্বীয় কর্ম্ম সমাধা করেন। সন্ধ্যার পর কেহ গৃহের বহির্ভূত হয় না। সেই জন্যেই মনুষ্যের সংহার করিতে পারিতেছে না।

[illegible]

শ্রীত্রৈলোক্য নাথ ভাদুড়ি

[illegible]

মূল্যপ্রাপ্তি।

শ্রীযুক্ত বাবু [illegible] সিংহদেব কুচিয়াকোল ১২৬৯ আষাঢ় হইতে ৭০ শ্রাবণ পর্য্যন্ত ১০ টাকা

" " [illegible] মুখোপাধ্যায় বিষ্ণিয়া

[illegible] পৌষ হইতে ৭০ অগ্রহায়ণ পর্য্যন্ত ১০ ঐ

" কৃষ্ণচন্দ্র [illegible] মহাশয় সিংহ

[illegible] পৌষ হইতে ৭০ অগ্রহায়ণ পর্য্যন্ত ১০ ঐ

" [illegible]

বাগ ১২৬৯ মাঘ হইতে আষাঢ় পর্য্যন্ত ৫ ঐ

" " [illegible] সেন [illegible]

১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ৫ ঐ

" " [illegible] চৌধুরী [illegible]

১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ৫ ঐ

" " ঈশ্বরচন্দ্র বসু [illegible]

১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত ১০ ঐ

" [illegible] চৌধুরী [illegible]

১২৬৯ পৌষ হইতে ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত কোং ৫

" [illegible] কালেজের [illegible]

১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত ১০

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটি

বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে মফস্বলে সোমপ্র-কাশ প্রেরণ করা যায় না।

ইহার অগ্রিম মূল্য বার্ষিক ১০ এবং যাণ্মা-সিক ৫॥ টাকা ছয় মাসের ন্যূনে লওয়া যায় না।

[illegible] [illegible] মূল্য [illegible] [illegible] [illegible]

[illegible]

[illegible] মূল্য ৫০ [illegible] [illegible] সোমপ্রকাশ [illegible] [illegible]

[illegible] [illegible] কাল [illegible] হইতে [illegible] বিলম্ব [illegible]।

[illegible] সমস্ত অতীত [illegible] [illegible] মধ্যে [illegible] প্রথমে [illegible] না হইবে, যদি [illegible] কোন উত্তর অথবা মূল্য না পাওয়া [illegible] কাগজ বন্ধ হইবে। [illegible] টিকিট [illegible] পাঠান হইবে কলিকাতা সংস্কৃত [illegible] আমাদিগের নামে চিঠি [illegible] শীঘ্র পাইব।

যাঁহার যখন সোমপ্রকাশ পরিত্যাগ করি-[illegible] হইবে চিঠি লিখি[illegible] তাহা গ্রাহ্য করা যাইবে না।

কেহ সোমপ্রকাশে [illegible] করিলে তাঁহাকে প্রথম বার প্রতি পংক্তি [illegible] আনা দ্বিতীয় ও তৃতীয় বার /১০ আনা [illegible] দিতে হইবে তাহার পর /০ আনা [illegible] লওয়া যাইবে।

মফস্বলের যাঁহারা গ্রাহক হইবেন, তাঁহা-দিগের স্বতন্ত্র ডাকমাশুল দিতে হইবে।

এই পত্র কলিকাতার পূর্ব্ব মাজদিয়া [illegible] দক্ষিণ চাঙ্গড়িপোতার [illegible] বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার [illegible]

সোমপ্রকাশ

"প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতাং মহীয়তাং।"

৫ ভাগ। ১১ সংখ্যা। | সন ১২৬৯। ই ১৪ মাঘ। ইং ১৮৬৩। ২৬ জানুয়ারি | বার্ষিক মূল্য [illegible]

বিজ্ঞাপন।

ব্যাকরণ।

১৮৬৩র এন্ট্রেন্সের নিমিত্ত ব্যাকরণ পুনঃ শোধিত হইয়া কলিকাতা মির্জাপুর বিদ্যারত্ন যন্ত্রে ১ টাকা মূল্যে বিক্রয় হইতেছে। বিদেশীয় গ্রাহকগণ [illegible] বা সংস্কৃত কালেজে শ্রীগিরিশচন্দ্র বিদ্যারত্নের নিকট পোষ্টেজ ও মূল্য পাঠাইলে পাইবেন। প্রত্যেক পাঁচ খানার ওজন এক সের।

শ্রীগিরিশচন্দ্র শর্ম্মা

বিজ্ঞাপন।

শিক্ষার পদ্ধতি।

ইংলণ্ড প্রভৃতি দেশের প্রধান প্রধান বিদ্যালয়ের শিক্ষা প্রণালী দৃষ্টে এক অভিনব শিক্ষার পদ্ধতি আবিষ্কৃত হইয়াছে; বিশেষতঃ মহামান্য [illegible] সাহেবের [illegible] যে শিক্ষার পদ্ধতি প্রচার প্রণোদন [illegible] আমাদের ব্যবহারার্থ ইংরাজী আবার বিরচিত হইয়া [illegible] [illegible] প্রদেশের [illegible] উপযোগী ও প্রয়োজনীয় এবং [illegible] দোষ শূন্য হয়, [illegible] কালেজের শ্রীযুত বাবু [illegible] ও অন্যান্য ব্যক্তিগণ [illegible] [illegible]

বিজ্ঞাপন।

ফরিদপুর জিলার অন্তঃপাতী বাটিকে প্রতি মহম্মদপুর নামে যে পত্তনি তালুক আছে, তাহা দরপত্তনি দেওয়া অথবা বিক্রয় করা যাইবে। যাঁহার সেই তালুক দরপত্তনি লইবার অথবা ক্রয় করিবার ইচ্ছা থাকিবে, তিনি কলিকাতার জার্ডিন স্কিনর কোম্পানির নিকট আবেদন করিলে সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিবেন।

সোমপ্রকাশ।

১৪ই মাঘ সোম.

আজি অবধি সোমপ্রকাশের আর এক বৎসর বৃদ্ধি হইল। অতঃপর যাঁহারা ষাণ্মাসিক মূল্য দান করিবেন, তাঁহাদিগকে ৫॥০ সাড়ে পাঁচ টাকা দিতে হইবে, বার্ষিক অগ্রিম মূল্য (১০ টাকা) অপরিবর্ত্তিত রহিল। মফস্বলের গ্রাহকদিগকে স্বতন্ত্র ডাক মাসুল দিতে হইবে। বার্ষিক ডাক মাসুল ৩।০ হয়, কিন্তু যাঁহারা মূল্য প্রেরণ সংক্রান্ত চিঠি রেজেষ্টরী করিয়া দিবেন, তাঁহারা তাহার ব্যয় (চারি আনা) বাদ পাইবেন। যাঁহারা স্বতন্ত্র ডাক মাসুল দিতে অসমর্থ হইবেন, আমাদিগের [illegible] হইলে তাঁহাদিগকে মাসুল দিতে হইবে না।

[illegible]

হলী নাই। ভূমির [illegible] অনেকবিধ [illegible]

[illegible]

[illegible] রিয়া দেখুন রেজেষ্টরির প্রথা থা কিতেও কি যথার্থ বিচারের পথ রুদ্ধ হইল [illegible] জন যথার্থ মূল্য দিয়া ভূমি ক্রয় [illegible] তাহার স্বত্ব হইতে বঞ্চিত হইল না? [illegible] ক্রেতা যদি বিক্রয়ের করেলা- [illegible] রেজেষ্টরি করিয়া লইত তাহা [illegible] তাহার স্বত্ব ধ্বংস হইত [illegible] তাহার এই অল্প অনবধানতা- [illegible] কি তাহার সকল স্বত্ব নাশ হওয়া [illegible] যাহাতে তাহার স্বত্ব [illegible] অন্য কোন সহজ উপায় [illegible] আমাদের কর্ত্তব্য নয়? [illegible] কি উপায় [illegible]

[illegible]

[illegible] রিস্থর [illegible] সমাজে। এই [illegible] হইলে [illegible] রেজেষ্টরি করা [illegible] অবলম্বন করিলে [illegible] পথ রুদ্ধ হইবে [illegible] সংখ্যা এবং জাল- [illegible] করিবার অবকাশও অল্প [illegible]। পক্ষপাতশূন্য শাসন [illegible] বিচার ভূষণ, তেমনি [illegible] করিবার উপায় [illegible]। ব্যবস্থাপক- [illegible] করেন একণে [illegible]

সর চারলস্ উডকে জিজ্ঞাসা করিয়াছি লেন গবর্ণমেণ্টের চিহ্নিত সিবিল কর্ম্মচা রিরা কোন খনির কোম্পানির অংশী হই তে পারেন কি না? তদুত্তরে সর চারলস উড লিখিয়াছেন অংশ ক্রয় করিবার পক্ষে কোন হানি নাই; কিন্তু তাহা ব্যবসায় স্বরূপ ক্রয় বিক্রয় করা নিষিদ্ধ এবং যে প্রদেশে কোম্পানির কাজ চলিবে, তথায় তাঁহারা কোন পদ পাইতে পারিবেন না। ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট চা, নীল, তুলা প্রভৃতির বিষয়ে জিজ্ঞাসা করিয়াছিলেন চিহ্নিত কর্ম্মচারীরা কৃষি কার্য্যের কোন কোম্পানির অংশী হইতে পারেন কি না? সর চারলস উড তাহার এই উত্তর দেন,

অথবা কোন প্রকারে ব্যবসায়ীর কার্য্য [illegible] পারিবেন না। যে প্রদেশে চা-বা [illegible] ক্ষেত্র থাকিবে তথায় তাঁহারা কোন কর্ম পাইবেন না। লার্ড [illegible] প্রস্তাব করিয়াছিলেন যে কর্ম্মচারী [illegible] কার্য্য করি বেন, তাহাকে আর [illegible] দেওয়া হইবে না। সর চারলস উড তাহাতে স ম্মত হইয়াছেন। পক্ষান্তরে সিলেটারি কর্ম্মচারীরা একক্ষেত্রীয় কোন রাজার অ ধিকার মধ্যে ভূমি [illegible] অন্য [illegible] ক্রয় করিতে পারিবেন না।

কিন্তু আমরা জানি গবর্ণমেণ্টের [illegible] ক কর্ম্মচারী আসামের চা [illegible] অংশী। কেহ কেহ ঐ কোম্পানির [illegible] করেও কার্য্য করিয়া থাকেন। গবর্ণমেণ্ট কর্ম্মচারির ঈদৃশ বিষয়ে সম্পর্ক রাখা অ ন্যায় অন্যায়। [illegible] কোম্পানির অংশী বলিয়া [illegible] তাহাদের কেউটার [illegible] সম্বন্ধে যে সকল অত্যাচার হয় [illegible] উপেক্ষা করেন। এ সকল [illegible] অবশ্য কর্ত্তব্য। যদি [illegible] দিকে আওয়া রায় [illegible]

মাদ্রাজের তালুক প্রভৃতি [illegible] কেন। অনেকের নীল ও চা [illegible] আছে। যদি ইহা সত্য হয়, [illegible] নীল ও চা ঘটিত অত্যাচার [illegible] য়ের বিষয় আছে। এ দেশীয় [illegible] সকল অদ্যাপিও অতি [illegible] আছে। তাহার উপর কর্ম্মচারি [illegible] সায় সম্বন্ধ থাকিলে অত্যাচার [illegible] কেন? অতএব গবর্ণমেণ্টের [illegible] তীয় কর্ম্মচারির নিকটে এই [illegible] করাইয়া লন যে, যে যে প্রদেশে [illegible] কর্ম্ম করিবেন, তত্তৎ স্থলে [illegible] ভূমি অথবা ব্যবসায়ের [illegible] থাকে। যাহারা এ শপথ [illegible] তাহাদিগের উচ্চ পদ না দেওয়া [illegible] নহে; তাহাদিগকে [illegible] করা কর্ত্তব্য।

কলিকাতার মিউনিসিপাল [illegible]

সর্ব্বসাধারণের [illegible] শ্রবণ করিয়া গবর্ণমেণ্ট [illegible] নিসিপাল কার্য্য [illegible] যত্নবান হইয়াছেন [illegible] ব্যবস্থাপক সভায় [illegible] [illegible] রে সিলেক্ট [illegible] হাতে তাহা পরিত্যক্ত হইয়াছে। [illegible] ভায় অর্পিত হইবার সময়ে তাহার ধারা সকলের সংক্ষেপ বিবরণ লিখিত হইয়া- ছিল, অতএব সে সকলের এস্থানে পুনরু [illegible] করা অনাবশ্যক। ব্যবস্থাপক সভার [illegible] অধিবেশন দিবসে ইডেন সাহেব [illegible] বিলের প্রস্তাব করিয়াছেন। [illegible] উদ্দেশ্য এই, [illegible] ক [illegible] যোগ্য [illegible] হইয়া [illegible] করিবেন। [illegible] তাহা [illegible] [illegible] করি- [illegible] হইবেন;

ইহাঁর বেতন বার্ষিক ১৫০০ টাকার অধিক হইবে না। প্রতি বৎসরের আরম্ভে সভাপতি রাজধানীর শোভা বৃদ্ধি হেতু এক পদ ব্যয়ের হিসাব ও মিউনিসিপাল কর বৃদ্ধি প্রভৃতির প্রস্তাব করিবেন। উক্ত মাজিষ্ট্রেটেরা এই গুলি বিবেচনা করিয়া ব্যয় সংক্ষেপ বা বৃদ্ধি, অথবা অন্য কোন পরিবর্ত্ত করিতে পারিবেন। বিশেষ প্রয়োজন উপস্থিত হইলে সভাপতি সভা ... সভাস্থলে আহ্বান করিবেন, এবং ... নি ও সহকারী সভাপতি আর পাঁচ জন সভ্য একত্র হইলেই সভার কার্য্য হইবে। পক্ষান্তরে দশ জন সভ্য এক মত হইলে সভাপতিকে সভা করিতে বলিতে পারিবেন। যদি তিনি এ অনুরোধ রক্ষা না করেন, তাহা হইলে ঐ দশ ব্যক্তি অন্য ... সভ্যদিগকে আহ্বান করিয়া আপনারা ... করিতে পারিবেন। সভাপতি ... হকারী সভাপতি অনুপযুক্ত অথবা দোষী এ কথা যদি তিন অংশের দুই অংশ সভ্য এক মত হইয়া বলেন, তাহা হইলে তাঁহাদিগকে পদচ্যুত করা হইবে। সভাপতির সহায়তার জন্য এক জন ইঞ্জিনিয়র চিকিৎসক ও কর নির্দ্ধারক নিযুক্ত হইবেন। সভ্যেরা ইহাঁদিগকে নিযুক্ত অথবা পদচ্যুত করিতে পারিবেন। যে সকল কর্ম্মচারির ৫ জন ২০০ টাকার ন্যূন ... হাদিগকে সভাপতি নিযুক্ত অথবা পদচ্যুত করিতে পারিবেন। সভ্যেরা সময়ে সময়ে কোন নূতন কার্য্য বিবেচনা করিবার জন্য বিশেষ কমিটি করিতে পারিবেন। কিন্তু এই বিশেষ সভা কেবল পরামর্শ দিবেন; কোন বিষয়ের প্রতিবাদ করিতে পারিবেন না। লেপ্টেনেণ্ট গবর্ণর যদি যোগ্য বোধ করেন সভাপতির হস্তে রাজধানীর পুলিসের ভার ... পারিবেন। নগরের শোভা বৃদ্ধি করিবার জন্য যে যে ... আবশ্যক তাহা নগরবাসিদিগকে দিতে হইবে, কোনরূপে মহ... হইতে দেওয়া হইবে না।

এই প্রস্তাবটি অনেক অংশে উৎকৃষ্ট হইয়াছে সন্দেহ নাই। কিন্তু ইহার আংশিক অঙ্গহীনতাদোষও দৃষ্ট হইতেছে। এক্ষণে কলিকাতার শোভা বৃদ্ধি হেতু একাদশ লক্ষ টাকা কর স্বরূপ আদায় হয়। ইহার মধ্যে ইনকমটাক্সের শতকরা এক টাকা আছে। কিন্তু আপাততঃ যে এক ... হইতেছে তাহাতে ও অন্য অন্য বিষয়ের ব্যয়, আয় অপেক্ষা অধিক হইতেছে তন্নিমিত্ত প্রায় দশ লক্ষ টাকা কর্জ্জ করিতে হইবে। ইহার সুদ এবং নিয়মিত ব্যয় নির্ব্বাহের ভবিষ্যৎ উপায় কি? ইডেন সাহেব তাহার কয়েকটি উপায় প্রদর্শন করিয়াছেন। গবর্ণমেণ্ট গঙ্গাতীর (...) ছাড়িয়া দিতেছেন; তথায় সভা কয়েকটি গড়া করিবেন। যত দিন গড়া না হইতেছে, তত দিন তীরে বাণিজ্য দ্রব্য রাখিলে তদুপরি প্রতি টনে ২ টাকার অধিক কর লওয়া হইবে। ঐ প্রকার গবর্ণমেণ্টকে কলিকাতার খালও ছাড়িয়া দিতে হইবে। ...হার তীরে দ্রব্য রাখিলে কর লওয়া হইবে। আপাততঃ ধাপায় যে পরিমাণে মাসুল লওয়া হয় তাহারও কিঞ্চিৎ বৃদ্ধি করা যাইতে পারে। ইহাতেও যদি ব্যয় কুলান না হয় মুটে, পাইকেড়, দোকানদার প্রভৃতি ক্ষুদ্র ব্যবসায়িদিগকে প্রতি বৎসর দুই টাকার অনধিক কর দিতে হইবে। এতদ্ভিন্ন যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র খড়ুয়া ঘরের ও কুটীরের কর নাই তাহার কর লাগিবে। গাড়ী, ঘোড়া প্রভৃতিরও কর সংগৃহীত হইবে।

ভারতবর্ষীয় সাধারণ ধনাগার হইতে কোন বিশেষ স্থানের উন্নতির নিমিত্ত টাকা দেওয়া আমাদিগের নিতান্ত অনভি... যাহাতে ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট ... কাজ আবশ্যক এরূপ অনে...

ঘরে ক্ষুদ্র ... শোধন ক... ব্যক্তিদোর ... ক্ষুদ্র ব্যবসা... যে প্রস্তাব ... দের বক্তব্য ... বৃদ্ধি ক... নাই বটে কিন্তু ... হইতে কর গ্রহণ ... ঘটিত অত্যাচার ... পল্লীগ্রাম হই... হইবে না। ... দ্রব্যের উপরে ... কির একটী ...

মিউনিসি... র্ণমেণ্ট নিয়ে... প্রস্তাব করা ... অনুমোদিত ... মেন্তরের ... প্রতিনিধি ... করিলে কি ... ভারমানব... যে ক্ষমতা ... মাজিষ্ট্রেট ... ব করা না ... আর কয়েক ... অবশ্য কাজিস... যে সন্দেহ নাই ... রিবার প্রথা ... লিত করা ... নিয়োগ ভার ... বিশে...

ং সভাপতি
বলিয়া যে
হিত করা
বের ব্যয়ও
হইবে। ই
সভাপ
লিখ পুন উত্তর
বর্শ হওয়া যুদ্ধ

ই মহাসভার
যে যে বিষ
তি লিঙ্কলন
র সহিত সন্ধ
ন পূর্ব্বের
হ নাই বটে
প যুদ্ধাবস্থা
আমেরিকার
ছেন তাহা
র ক্রীতদাস
যে সন্ধি
তি সপ্তে
বিভাগের
লিলেন সেড়
একজালে যুদ্ধ
ভাবনা ছিল না.
ভ্রান্তী জাহাজ
করিতে সমর্থ
টের বিস্তর যুদ্ধ
বাণিজ্য জা
১।

যুদ্ধ উপলক্ষে বিস্তর ব্যয় আবশ্যক হওয়াতে গবর্ণমেণ্ট নোট প্রচলিত করেন। ঐ নোট গবর্ণমেণ্ট চলিত টাকার ন্যায় নিজে কর স্বরূপ গ্রহণ করাতে তাহার মূল্যের বিশেষ ক্ষতি হয় নাই। কিন্তু বরাবর কাগজ প্রচলিত রাখা যুক্তি সিদ্ধ নয় বলিয়া তিনি নগদ টাকা আদায় প্রদান করিবার প্রস্তাব করলেন, অথবা বলিলেন মুদ্রাযও কিছু পরিবর্ত্ত করা হইবে। এক্ষণে আমেরিকায় প্রতি বৎসর ১১৬ কোটি টাকা ব্যয় হইতেছে। সভাপতি শাসন প্রণালী বিষয়ক কয়েকটি পরিবর্ত্তেরও প্রস্তাব করিলেন।

দাসদিগের বিষয়ে লিঙ্কলন বলিলেন যাহারা এই যুদ্ধের সময়ে স্বাধীনতা লাভ করিবেন, তাঁহারা তাহা চিরকাল ভোগ করিতে পারিবেন। দেশের যে সকল প্রদেশে দাস রাখিবার প্রথা ১৯০০ অব্দ পূর্ণ হইবার পূর্ব্বে উঠিয়া যাইবে, তত্রত্য লোকদিগকে ক্ষতি পূরণ স্বরূপ গবর্ণমেণ্টের কাগজ অথবা নগদ টাকা দেওয়া হইবে। এ প্রস্তাবে, লিঙ্কলনের ঔদার্য্য প্রদর্শিত হইয়াছে বটে, কিন্তু তিনি অদ্যাপিও দক্ষিণ বিভাগের মুখাপেক্ষা করিতেছেন। তাহার প্রমাণ এই, তিনি বলিলেন, যাহারা গবর্ণমেণ্ট কাগজ লইয়া দাসদিগকে মুক্ত করিবেন, তাঁহারা যদি পুনর্ব্বার ঐ প্রথার অনুসরণ করেন, তাহা হইলে তাঁহাদিগকে যে কাগজ প্রত্যর্পণ করিতে হইবে ইহার অর্থ কি? তবে কি দাসদিগকে নিরুপাধিক স্বাধীনতা প্রদান সভাপতির অভিপ্রেত নয়? আর মুক্ত দাসদিগকে জনপদের বাহিরে স্থান প্রদান প্রস্তাবটিও আ...গের নিকটে ন্যায়ানুগত বলিয়া প্রতী...হে না।

...মেরিকার ১১১,০০,০০,০০০ ...হইয়াছে। যুদ্ধ শেষ হ... হইবার সম্ভাবনা ...

১০৪ খানি পাল্লি দেওয়া জাহাজ আছে। লৌহাবৃত জাহাজ ও বিস্তর কামানের নৌকা প্রস্তুত হইতেছে। আট লক্ষ সেনা যুদ্ধক্ষেত্রে আছে। এত টাকা, এত জাহাজ ও এত সৈন্য থাকাতেও গবর্ণমেণ্টের জয় হইতেছে না। তাহার কারণ গবর্ণমেণ্টের এক জনও উত্তম সেনাপতি নাই। তাহা হইলে দক্ষিণ বিভাগ এতদিন নিঃসংশয় পরাজিত হইত। নেপোলিয়ন নিজে এক কালে এত সৈন্য রণক্ষেত্রে কখন ...ইয়া যান নাই। সভাপতি বিদ্রোহ নিবারণ করিবার নিমিত্ত দৃঢ়তর প্রতিজ্ঞা করিয়াছেন। বিদ্রোহিদিগের গুরুতর দণ্ড বিধান করা তাঁহার একান্ত অভিপ্রেত।

সভাপতি লিঙ্কলনের বিপক্ষেরা যেরূপ বলুন, আমাদিগের বিলক্ষণ বোধ হইতেছে তিনি এক জন যথার্থ উপযুক্ত লোক। কিন্তু তাঁহার অধীনে উপযুক্ত রাজনীতিজ্ঞ অথবা সেনাপতি নাই। গারিবল্ডি ... মাল ডিবি, লার্ড ক্লাইভ অথবা মার্সাল পেলিসিয়ারের ন্যায় এক জন সেনাপতি থাকিলে আমেরিকাকে এ গৃহ যুদ্ধে এত কাল দগ্ধ হইতে হইত না।

ব্রাহ্মধর্ম্মের প্রতিবন্ধ।

বঙ্গদেশে কেবল বেদপাঠনা বেদোক্ত যাবতীয় ধর্ম্ম্য ক্রিয়াকলাপ বিলুপ্ত প্রায় হইয়াছে। আর সে দর্শপৌর্ণমাস যাগ নাই, সে অগ্নিষ্টোম নাই, সে জ্যোতিষ্টোম নাই, সমুদায়ই লোপ পাইয়াছে। কিন্তু কতিপয় ...দের যত্নে সেই শ্রুতির পুন প্রচার হইবার উপক্রম দৃষ্ট হইতেছে। সম্প্রতি, ব্রাহ্মধর্ম্মাচার্য্যদের শ্রীযুক্ত বাবু কেশবচন্দ্র সেনের (যিনি ব্রহ্মানন্দ উপাধি পাইয়াছেন) পুত্রের জাতকর্ম্ম হইয়া গিয়াছে। জাতকর্ম্ম বঙ্গদেশকে পরিত্যাগ করিয়া এত দূর প্রস্থান করিয়াছে যে ...নকে কেশব বাবুর পাণ্ডে এই ক্রিয়ার ... দেখিয়া যথার্থই বিস্ময়াপন্ন হইয়াছেন। ...কথা কি হইতিয়াম বিষয় ও আমাদিগের ...প্রবর্ত্তকের শীর্ষে আর্ত্ত ... লিখি...

ক দেখিয়া আমাদিগের এই ভ্রম জন্মিয়াছিল যে ইঁহারা জন্ম প্রভৃতি আর প্রাণান্ত পর্য্যন্তে জাতকর্ম্ম শব্দ দ্বারা উল্লেখ করিয়াছেন। কিন্তু এক্ষণে আমরা সবিশেষ অনুসন্ধান দ্বারা জানিতে পারিলাম, আমাদিগেরই ভ্রম হইয়াছিল, কেশব বাবুর গৃহে জাতেষ্টির পুনঃসংস্থান হইয়াছে।

আমাদিগের অপরাধ নাই, আমরা এই বঙ্গদেশের কাহাকে জাতকর্ম্মের অনুষ্ঠান করিতে দেখিতে পাই না। বহুদের মধ্যে আমরা শুনিয়াছিলাম, কমলাকান্ত বিদ্যালঙ্কার কয়েক বার জাতকর্ম্ম করিয়া কয়েকটী পুত্র হারাইয়াছিলেন। বোধ হয়, আমাদিগের পাঠকগণের অনেকে জাতকর্ম্ম করিতে গিয়া বিদ্যালঙ্কারের পুত্র বিনাশ হইল কেন, বুঝিতে পারিতেছেন না। শাস্ত্রে আছে নাড়ীচ্ছেদের পূর্ব্বে জাতেষ্টি করিতে হয়, যতক্ষণ ঐ ক্রিয়া সমাপ্ত না হয় ততক্ষণ সন্তানকে স্তনপান করাইবার নিষেধ আছে। কমলাকান্ত বিদ্যালঙ্কারের আরব্ধ ক্রিয়া পরিসমাপ্ত হইতে বিলম্ব হওয়াতে অচিরজাত শিশুরা অধিক ক্ষণ মাতৃ দুগ্ধ না পাইয়া গলা শুকাইয়া প্রাণ ত্যাগ করে। অতএব যে ব্রাহ্মগণ ঈদৃশ দুষ্কর জাতকর্ম্মের পুনঃ সংস্থান করিতেছেন, তাঁহাদিগের নিকটে বঙ্গদেশের শত শত বার যে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, তাহা বলা বাহুল্য। ব্রাহ্মেরা আর একটী কাজ করিয়া বঙ্গদেশের যে উপকার করিয়াছেন, বোধ হয় বঙ্গদেশ কোন কালে সে উপকারঋণ হইতে মুক্ত হইতে পারিবেন না। শাস্ত্রে নাড়ীচ্ছেদের পূর্ব্বে জাতেষ্টির বিধি থাকাতে সন্তানের অকাল মৃত্যু রূপ যে অনিষ্ট শঙ্কা ছিল ব্রাহ্মেরা তাহা দূর করিয়াছেন। ত্রয়োবিংশ দিবস বয়ঃক্রম কালে কেশব বাবুর পুত্রের জাতকর্ম্ম হইয়াছে। আহা! ব্রাহ্মেরা কত সুবিধা করিলেন। অতএব তাঁহারা কাহার ধন্য বাদের পাত্র না হইবেন ॥

আমরা গত সপ্তাহে ব্রাহ্মদিগের সম্বন্ধ ঘটিত দুইখানি পত্র পাইয়াছিলাম, তাহা এ সপ্তাহে যথা স্থানে প্রকটিত হইল। একখানি কেশব বাবুর পুত্রের জাতকর্ম্ম ঘটিত, আর একখানি অন্যতর ব্রাহ্ম শ্রীযুক্ত বাবু অঘো-ধ্যা নাথ পাকড়াশীর পিতৃশ্রাদ্ধ ঘটিত। শেষোক্ত পত্র প্রেরক জিজ্ঞাসা করিয়াছেন অযোধ্যানাথ বাবু ব্রাহ্মণ। তিনি দশ দিন কাল উত্তরীয়ধারণ ও হবিষ্যান্ন গ্রহণ করিয়া একাদশদিনে ব্রাহ্মধর্ম্মানুসারী পিতৃশ্রাদ্ধ করিলেন ঐ রূপ বৈশ্য ব্রাহ্মেরা কি পনর দিন এবং শূদ্র ব্রাহ্মেরা কি একমাস অশৌচ করিয়া শ্রাদ্ধ করিবেন? যাহা হউক আমাদিগের ব্রাহ্মেরা ব্রাহ্মধর্ম্মের অনুষ্ঠানপ্রণালীকে ক্রমে দুর্ব্বোধ করিয়া তুলিতেছেন অতএব পূর্ব্ব পণ্ডিতেরা বেদান্তাদি দর্শনকে দুর্ব্বোধ করিয়া যেমন ঋষি নাম প্রাপ্ত হইয়াছেন আমাদিগের ব্রাহ্মেরা ও সেইরূপ অনন্তরবংশ্যদিগের নিকটে ঋষি নাম প্রাপ্ত হইবেন সন্দেহ নাই॥

এবম্বিধ মহার্থ বিষয় লইয়া আর অধিক ক্ষণ পরিহাস করা বিধেয় হইতেছে না। কতিপয় ব্রাহ্মের আচরণ ও কার্য্য দেখিয়া আমরা যথার্থই অত্যন্ত দুঃখিত হইয়াছি যাহাদিগের কিছুমাত্র চৈতন্য আছে, তাহারা কখন এরূপ যুক্তি ও পূর্ব্বাপর বিরুদ্ধ কার্য্যের অনুষ্ঠান করে না। বোধ হয় ইহারা মনে করেন সচরাচর লোকে ক্রিয়ানুষ্ঠানহীন ধর্ম্মোপাসনায় সমর্থ হয় না। এই ভ্রমাত্মক সংস্কার মনে প্রবল হওয়াতে ইহারা বিশুদ্ধ ব্রাহ্মধর্ম্মের সহিত অবিশুদ্ধ ক্রিয়াকলাপ মিশ্রিত করিয়া ঐ পবিত্র ধর্ম্মকে দিন দিন অপবিত্র ও অদ্ভুত করিয়া তুলিতেছেন। প্রাচীন কালে যাহাদিগের মনে বিশুদ্ধ ব্রহ্মজ্ঞান প্রথম প্রতিভাত হয়, তাঁহারাও কি উল্লিখিত ব্রাহ্মদিগের ন্যায় ভ্রমে পতিত হইয়া ধর্ম্মকার্য্য প্রবর্ত্তিত করেন নাই। এক জন ঋষি কবিতা করিয়াছিলেন।

অন্য দর্শনরসার্থে
[illegible] নাম দ্বিরঙ্গ বিকাশ মন্ত্রা।
[illegible] মালিনী মাতঙ্গী
নর্ত্তয়ামি গৃহে গৃহে ॥

এই শ্লোকটা উদ্ধরের কাজেও আমি কি কি না করিলাম, আমি সরস্বতীকে লইয়া বানরীর ন্যায় গৃহে গৃহে নাচাইয়া বেড়াইতেছি।

ব্রাহ্মেরাও ঐরূপ বিশুদ্ধ যুক্তিপথভ্রষ্ট হইয়া আর কত নির্ম্মল ব্রাহ্মধর্ম্মকে বানরের

মত নাচাইবেন। অনেকে [illegible] থাকেন ব্রাহ্মদিগের লোক নাই, ব্রাহ্মেরা উহাদিগকে বিরুদ্ধ কার্য্যে আর [illegible] দিয়া দিতেছেন [illegible] তান পাওয়াই ও [illegible] কালও এই [illegible] ধর্ম্মের উন্নতি [illegible]

[illegible]

বঙ্গবাসিদি[illegible]

বাঙ্গালা বঙ্গবাসি[illegible]

আমরা অহোরাত্রাধি। পূর্ব্বাপেক্ষা এক্ষণকার শ্রীবৃদ্ধি! এ কথা আমরা তুমিদের উক্তি [illegible] পারি, কারণ এখন চেষ্টা করিতেছি [illegible] পাঠশালা স্থাপিত হইতেছে [illegible] অজ্ঞান [illegible] হইয়াছে [illegible] প্রায় উপ স্থিত হইয়াছে [illegible] রাজী পাঠশালা প্রস্তুত হইতেছে এবং [illegible] এখন [illegible] বিদ্যায় [illegible] দেখিতে পাওয়া যাইতেছে। [illegible] উন্নতি পরিশ্রম ও সাহায্য [illegible] গণের শিক্ষা প্রচারে দুই একটী [illegible] বালিকা বিদ্যালয়, আর [illegible] মহিলাগণের বিদ্যারম্ভ [illegible] বালক, [illegible] সুবিধ বৃদ্ধি হইতেছে, উহা আছেন, [illegible]

[illegible] বিদ্যা [illegible] পাশ্চাত্য প্রা[illegible] হইতে আরম্ভ [illegible] বাসীরা পূর্ব্বের [illegible] ভক্তির প্রতি [illegible] হইলে বোধ হয়, [illegible] তে উন্নত হইবেন [illegible] এক উপায় অবসর। [illegible] লন হইয়া [illegible] উন্নতি আক[illegible] [illegible] হইলে [illegible] ভাবনা [illegible] এ দেশ [illegible] [illegible] হইতে [illegible] [illegible] ভুলিতে আর লোকে [illegible]

... ফুতনও প্রাদুর্ভাব ...
... পুরুষগণেরও হানে ও
... পরিশ্রমের দুঃখ দূর
... বন্ধ ... গণ অত্যন্ত
... বার অনেক
... ইর লোকেরা
দেশীয় ... লোকের
তাই আর্য্যবংশীয়েরা পরে বসতি
ছি, আর দ্বারাই যে উন্নতি
... পরতন্ত্র হইয়া বিদ্যা বিস্তার ...
দেখিতে পারে না ... কুসংস্কার
... তাহাদেরও আছেন, তদ্দর্শনেই
... সেও এক প্রদেশের উন্নতি ...
... অনেকে সেই স্থানের এই প্রাচীন
... অপহৃত হন। ... চরিতার্থ
... পূর্ব্বক বন্ধ
... ছি, কিন্তু অনেকে আসিয়া আমা
... দলের ন্যায় হচ্ছে ... এক শ্রেণীর
কুসংস্কার ... ন,
... শুভকরী ... যদি এই কুসংস্কার
... কারণে ... হইয়া কর্ত্তব্য
... এই প্রচলিত তাহা ... উচিত
... সম্প্রদায় ... কিন্তু বঙ্গবাসী
... দেব ... করিতে হইবে,
... বলিয়া বোধ হয়
... উন্নতি ... পদে ...
... কাণ্ড ...
... দর্শন ...
... প্রতীত হইতে
... [illegible]

... [illegible]

বিবিধ সংবাদ।

১ ই মার্চ সোমবার।

কাফ্রিদের বিদ্রোহ ক্রমশঃ অন্য অন্য স্থানে বিস্তৃত হইতেছে। আমরা শুনিলাম ... ও ... ক্রিকবর্ত্তি ... লোকেরাও অস্ত্র ধারণ করিয়াছে। একণে যুদ্ধে আর কিছু না হউক সাধারণ রাজস্বের বিলক্ষণ ক্ষতি হয়।

কোপেন হেগেনের এক জন জ্যোতির্ব্বিদ এক টি নূতন গ্রহ আবিষ্কৃত করিয়াছেন। তাঁহা হইতে ইহার কি আরেই নাম হই যাছে

ঢাকা কালেজের অধ্যক্ষ ব্রেনাণ্ড সাহেবের বেতন বৃদ্ধি হইয়াছে। তথায় এক জন ব্যবস্থাধ্যাপক নিয়োজিত হইবেন। আমরা শুনিলাম উক্ত কালেজে বাঙ্গালায় এক জন পৃথক অধ্যাপক হইবেন। আমাদিগের অভিলাষ এই গবর্ণমেণ্ট সকলের হুগলী ও বহরমপুরের কালেজেও এই প্রকার সুবিচার করেন

... পুনর্ব্বার ব্যোমযানে উঠি... আছেন। গতবার তাঁহার অনেক ক্ষতি হইয়াছে এবার রাজধানীর সকলে চাঁদা করিয়া তাহার ক্ষতি পূরণ করেন, এই প্রার্থনায় তিনি এক বিজ্ঞাপন দিয়াছেন। কেবল ... উত্থান দর্শন করিয়া লোকের আর কত কাল কে তুষ্ট থাকিবে। এখন যেমন চাপাইবার চেষ্টা দেখুন।

দারজিলিঙে পতিত ভূমি বিক্রীত হইতে আরম্ভ হইয়াছে লার্ড কানিঙের আজ্ঞানুসারে যাঁহারা ভূমির প্রার্থনায় আবেদন করিয়াছিলেন। তাঁহাদিগকে নূতন নিয়মানুসারে ক্রয় করিতে হওয়াতে তত্রত্য চা-করেরা গবর্ণরজনরলের নিকট এক আবেদন প্রেরণ করিয়াছেন। এ আবেদন যে অগ্রাহ্য হইবে ... বলা বাহুল্য।

... দেশীয় ব্যবস্থাপক সভায় গত অধিবেশনে ... সাহেব চট্টগ্রামের কিয়দংশ ... বেব অধীনস্থ করিবার জন্য এক ... করিবার প্রস্তাব করিয়াছেন।

... অংশের ... দিগের পর্ব্বতে বিশুদ্ধ বুদ্ধি ... লোক আছে, তাহারা সর্ব্বদা ... করে। চট্টগ্রাম হইতে তাহাদিগের

... না হ... [illegible]
নিরস্ত্রীকৃত ... [illegible]
হেন। নিরস্ত্রীকৃত ... [illegible]
সুবিধা।

টাইমস্ অব ইণ্ডিয়া বলেন ... এইরূপ জনশ্রুতি, ফিরোজসাহ ... দেশের আর্য্যদের হস্তে পতিত হইয়া ... ইয়াছেন। ফিরোজ সাহ না বেরাকে ... কাবুলস্থিত দুস্ত নবাব গোলাম ... কি ফিরোজসাহের বিষয় অবগত নহেন?

পুনা ... বলেন, তত্রত্য ... ওয়ে ষ্টেশনে ৩২ ব্যক্তি জাল টিকিট ... রাত্রি যোগের তৃতীয় শ্রেণীর শকটে যাইবার চেষ্টা করিয়া ধৃত হইয়াছে। কি, ... এই নিকৃষ্ট কার্য্য করিয়া, কেবল আপনাদের ... দেশেরও অগৌরব করা হয়।

রেঙ্গুণ টাইমস বলেন আকাম নামক ... ব্যক্তি তথায় গবর্ণমেণ্টের তহবিল তছরূপ করে তাহার বিচার শীঘ্র কলিকাতার ... তম বিচারালয়ে হইবে।

আগামি মার্চ প্রধানতম বিচারালয়ে ফৌজদারি সেসিয়ন আরম্ভ হইবে। এবারে ... হিলির মোকদ্দমা প্রথমে হইবে।

এক জন চৌকিদার এক গাড়য়ানের নিকটে চারিপয়সা ঘুস লওয়াতে তাহার ছয় মাস মেয়াদ হইয়াছে। পাহারাওয়ালারা সর্ব্বদা এ প্রকার ঘুস লইয়া থাকে।

হিন্দুপেট্রিয়ট বলেন, চট্টগ্রামে ডেপুটী মাজিষ্ট্রেটের ... নামক যে ব্যক্তি এক জন মাজিকে জলে নিক্ষেপ করিয়া প্রধানতম বিচারালয় হইতে মুক্তিলাভ করে তাহাকে পদচ্যুত করা হইয়াছে। গবর্ণমেণ্ট ও বিচারালয়কৃত মীমাংসার কি একতা?

উক্ত পত্র শ্রবণ করিয়াছেন নদীয়া ডিভিজনের ইঞ্জিনিয়র ... সাহেব অন্যের নামে কণ্ট্রাক্ট লইয়াথাকেন, এবিষয় এক ... দালতে সপ্রমাণ হইয়াছে; সকল উক্তের উপর ... [illegible] ... এক্যাক্টিং ... ... চারলস ... [illegible] ... ডিপার্টমেণ্টের ... ... [illegible]

ঢাকাপ্রকাশ ... পত্র প্রকাশ

করিয়াছেন, এক জন নীলাধিকারী অন্যের অর্ন্তঃপুরবর্ত্তীয় স্ত্রীলোককে কলিকাতার নিকটবর্ত্তি একস্থান হইতে বলকরিয়া আনিয়া নিজ চাকেতে রাখিয়া ছিল। ঐ স্ত্রীর স্বামির প্রেরিত এক স্ত্রীলোক তাঁহাদিগকে স্থানান্তর করিবার জন্যে নৌকায় তুলিয়া এক বাষ্পীয় জাহাজে বলপূর্ব্বক লইয়া যায়। পরে তাঁহাদিগকে চট্টগ্রামের এক পর্ব্বতে রাখে চা-ক্ষেত্রের লোকসংখ্যা বৃদ্ধি করিবার অভিপ্রায়ে এ কার্য্য করা হইয়াছিল। এক জন দারোগা কার্য্যউপলক্ষে তথায় গিয়া এই বৃত্তান্ত জানিয়া রিপোর্ট করেন। স্ত্রীলোকেরা মুক্ত হইয়াছেন। তারক বর্দ্ধ ক্রমশ দক্ষিণ কারোলিনা হইতে চলিলেন, যদি সম্বাদ সত্য হয় তাহাহইলে চা-করের যাবজ্জীবন কারাবাসের আজ্ঞা দেওয়া কর্ত্তব্য। দুরাত্মার এরূপে গুরু দণ্ড না হইলে সকল ইউরোপীয়ের প্রতি ভারতবর্ষবাসিদিগের অবিশ্বাস জন্মিবে।

৮ ই মাঘ মঙ্গলবার।

মিরিল শুনিয়াছেন ২৪ পরগণার মাজিষ্ট্রেটের অধীন কয়েক থানায় মাসিক ১৫ টাকা বেতনে কতকগুলি ডাকমুন্সি নিযুক্ত হইয়াছেন। সর্ব্বস্থলেই এই রূপ হইলে ভাল হয়।

বোম্বে সাটার্ডে রিভিউ বলেন যে ২ রা ফেব্রুয়ারি বিদ্রোহী ফিরোজসাহ ধরা পড়িয়াছেন। শেষে নানা সাহেবের ধরা পড়ার ন্যায় না হয়।

আলাহাবাদ গেজেট বলেন তথায় গবর্ণমেন্টজাহাজিকা ও টেলিগ্রাফ আফিস নির্ম্মাণার্থ ইংলণ্ডীয়গবর্ণমেন্ট ১৬ লক্ষ টাকা প্রদান করিয়াছেন

তিনি আরও বলেন যে আগরা পোষ্ট আফিসের কয়েক জন বাবু ক্রিয়ণ [illegible] ও অন্যান্য অপরাধে কারা রুদ্ধ হইয়াছেন ছোটাই প্রায় কতক গুলি অসাধু লোকের দাগাবাজির উপায় হইয়া থাকে। এই সকল অপকৃষ্ট লোকের কলঙ্কের কারণ হইয়াছেন।

আমরা অদ্য নিম্ন লিখিত পত্রখানি প্রাপ্ত হইয়া বক্তৃতা অংশটী পরিত্যাগ করিয়া এইস্থানে গ্রহণ করিলাম। আমি সাতিশয় আহ্লাদ পূর্ব্বক সর্ব্বসাধারণের গোচরার্থ প্রকাশ করিতেছি যে বর্ত্তমান মাসের ২১ এ পৌষ ঢাকায় মহকুমার ম্যাকেন্সিয়ার প্রদেশীয় দুঃখি লোকদিগের সাহায্য জন্য অর্থ সংগ্রহার্থে এক সভা হয়। তাহাতে প্রায় ৫০০ শত টাকা সংগৃহীত হইয়াছে। ঐ সভার অত্রত্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত বাবু প্রিয়নাথ ঘোষ যে বক্তৃতা পাঠ করেন তাহার সারাংশ পাঠাইতেছি অনুগ্রহ পূর্ব্বক মহাশয়ের বিখ্যাত পত্রিকাপার্শ্বে স্থান দান করিলে যথোচিত বাধিত হইব। নিবেদন।

মফঃস্বলবাসিরা এইরূপে স্থানে স্থানে সভা করিয়া আপনাদিগের পরদুঃখকাতরতাদিগুণের পরিচয় প্রদান করুন।

৯ ই মাঘ বুধবার।

মিরিল বলেন লার্ড এলগিন ও লেডি এলগিন উভয়ে একটী সভা করিবেন। ২৯এ রাত্রি ১ টার সময় ঐ সভার অধিবেশন হইবে।

তিনি আরও বলেন ফেনান্সিয়াল মেম্বর সর চারলস ট্রিবিলিয়ান শনিবার বিজিটরি কিনান্স ডিপার্টমেন্টের অধ্যক্ষদিগের আফিস দেখিতে গিয়াছিলেন সোমবার কষ্টম হাউস দেখিতে যাইবেন।

আউড গেজেট বলেন যে, এলাহাবাদের লফ্‌টেনাণ্ট সুপরিন্টেণ্ডেণ্ট, ডবলিউ ডবলিউ কাম্পবেল সাহেব এলাহাবাদ ও জব্বলপুর রেলওয়ে কণ্ট্রাক্টরদিগের নিকট হইতে মাসিক ২০০০ টাকা বেতনে নাজন। ট্রাফিক ম্যানেজরের আফিসে নিযুক্ত হইয়াছেন।

তিনি আরও বলেন ম. আহমদ আলির বিপক্ষে হত্যাকারি বলিয়া যে অভিযোগ হইয়াছিল একদে লক্ষ্ণৌর ডেপুটী কমিসনর কাপার সাহেবের উপর তাঁহার তত্ত্বানুসন্ধানের ভারার্পণ হইয়াছে, শুনিয়া সন্তুষ্ট হইলাম।

তিনি আরও বলেন যে মারকুইস ডিভারেলের মৃত্যুর পর লেফ্‌টেনাণ্ট কর্ণেল সি কাম্পবেল সাহেব তাঁহার পদের ও সম্পত্তির উত্তরাধিকারী হইয়াছেন। তাহার সম্পত্তিও কম নয় ১৫০০০০ টাকার অধিক হইবে। কাম্বেল সাহেব এই অতুল সম্পত্তির অধিকারী হইয়া [illegible]ন, এই [illegible]

তিনি [illegible]

৫ টার সময় [illegible]

স্থিত [illegible]

নাড় বি-প্যারো [illegible] [redacted]

সাহেবও সেইসময় [illegible]

কিন্তু সার-হোপ [illegible]

বলিতে পারিয়া।

টাইমস অব ইণ্ডিয়া [illegible] [redacted]

বন্দ্যের বাদারি, [illegible]

নামক তিন জনে [illegible]

রা মৃত হইয়াছে। এক[illegible]

নাই, আবার [illegible]

পাই। গবর্ণমে[illegible]

নিতান্ত অ[illegible]।

এক জন [illegible]

টাকা লইবার উপক্রম [illegible]

ছিল পরে তাহাকে পুলিস[illegible]

সে ব্যক্তি পুলিস হইতে [illegible]

ইহাতে পুলিস কর্ম্মচারী [illegible]

ব্যতীত আর কি বলা যাইতে [illegible]

১০ই মাঘ বৃহস্পতিবার।

মান্দ্রাজে একটী নূতন [illegible]

হেন। তাঁহারা গবর্ণমেণ্ট[illegible]

নিকটে বাকী প্রার্থনা [illegible]

বেন। তাঁহাদিগের ২ [illegible]

প্রতি অংশ এক শত [illegible]

অকল্যাণী গবর্ণমেণ্ট [illegible]

লণ্ডনে ইহার জন্য [illegible]

ভারতবর্ষ ও বিদেশে [illegible]

বে। পরন্তু ওয়ার্ক [illegible]

অনেক শতুনীর বাজার [illegible]

মান্দ্রাজ একজা[illegible]

রাজা মান্দ্রাজে আ[illegible]তেছেন।

উক্ত পত্র আর[illegible] [illegible]

বাবস্থাপক সভার এক জন [illegible]

বেন।

ভবর্ণীর গবর্ণমেণ্ট

[illegible]ছেন [illegible]

মূল ধনে [illegible] না হইয়া গবর্ণমেণ্ট তাঁহাদিগকে ব্যয়ের জন্য কিছু টাকা দিবেন। [illegible]

ট্রামওয়ের জন্য পাঁচ লক্ষ টাকা দে-ওয়া হইবে, এবং রেলওয়ের উপরে শুল্ক লওয়া হইবে না, ট্রামওয়ে কোম্পানি ষদ্ধ [illegible] করে কার্য্য আরম্ভ করিবেন।

বোম্বাইয়ের প্রধান সেনা[illegible] উই-[illegible] মম্বকিনক সম্প্রতি গুজরাটের রাজার সহিত সাক্ষাৎ করিয়াছেন।

[illegible] তঙ্কুপালকে লইয়া অনেক আন্দোলন হ[illegible] ছিল। সম্প্রতি ম্যাঞ্চেষ্টর [illegible] কোম্পানি [illegible] কোম্পানির নামে এই শব্দিয়া আদালতে [illegible] নালিশ করেন [illegible] পূর্ব্বোক্ত কোম্পানির হাকলে টিকেট [illegible] বিক্রয় করেন। মাঞ্চেষ্টরের [illegible] সে প্রকার নহে, [illegible] প্রকাশ হওয়াতে পূর্ব্বোক্ত কোম্পানির [illegible] হইয়াছিল। সর বত্তাক্ত কয়েলস ফিলবরণকে [illegible] প্রকার কাপড় বিক্রয় করিতে নিষেধ করি-[illegible] তাঁহারদিগের কোম্পানির (ইহারা [illegible] আল টিকেট প্রেরণ করেন) বিব-[illegible] তাঁহারা অতি অন্যায় করি[illegible] ব্যবহার করিয়া মাঞ্চেষ্টর কোম্পানির ক্ষতি করিয়াছেন। আমরা বলিতেছি মন্দ!

[illegible] গবর্ণর আজ্ঞা করিয়াছেন [illegible] তিন মা সন্তর না হইয়া প্রতি [illegible] ভূমি বিক্রীত [illegible]।

দিল্লী [illegible] রাউলপিণ্ডি হইতে [illegible] গমন করে, কিন্তু [illegible] কোন ক্ষতি হয় [illegible] গমন করে আকাশ [illegible] হইয়াছিল। [illegible] মূল্য বৃদ্ধি [illegible] পার্জন।

[illegible] গেজেট [illegible] দুই জন কর্মচারি [illegible] তাহাদি[illegible] হইয়াছে। [illegible]

[illegible] সংবাদ [illegible] ব্যতীত অতি[illegible] কষ্ট [illegible]

রাজ[illegible] যোগে প্রেরণ করিবেন। [illegible] স্বাধীনতার শেষ হইল।

রেওয়াতে বিস্তর কয়লা আছে, দুই বৎসর পূর্ব্বে ওলডহাম সাহেব প্রস্তাব করিয়াছিলেন মির্জাপুর হইতে তথায় এক রাস্তা করিলে তত্রত্য খনি হইতে অনেক কয়লা আসিতে পারে। ইহার ১০০০০ টাকা ব্যয় নির্দ্ধারিত হয়। রেওয়ার রাজা খনির সুবিধা [illegible] এই আশঙ্কায় ভারতবর্ষীয় [illegible] স্বীকৃত হইয়াছেন। [illegible] কয়লা যথে[illegible] রেওয়ার খনি হইতে কয়লা [illegible] অনু-[illegible] হইবে।

[illegible] এলাহাবাদ [illegible] আসিবার [illegible] হইয়াছে। [illegible] [illegible] হইয়াছে। [illegible] [illegible] [illegible] চাহি।

বোম্বাই [illegible] এক দীর্ঘ [illegible] [illegible] সম্রাট [illegible] [illegible] তাঁহার [illegible] [illegible] আছে, এবং [illegible] তাঁহার [illegible] [illegible] [illegible] [illegible] দিতেছি [illegible] উপযুক্ত।

[illegible] রামচন্দ্র [illegible] [illegible] [illegible] অনেক হিন্দু [illegible] [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] কোম্পানির [illegible] ক্রিয়াকাণ্ড [illegible] [illegible]

[illegible] অধিকারীর [illegible] দারোগা [illegible] তিনি বিচারকালীন [illegible] দারোগা [illegible] দারোগা [illegible] করিয়াছেন। ১৮৫৭ অব্দের বিদ্রোহের গবর্ণমেন্টের [illegible] ও বিচারপতিদের লোক হয়।

দিল্লী [illegible] কর্ণালের মুসলমান সংবাদদাতা [illegible] এক জন মানস [illegible] এক আয়ার [illegible] করাতে তাহ[illegible] ১ বৎসর মেয়াদ হইয়াছে। [illegible] আয়ার কুলক্ষণ ছিল। [illegible] দীপাধারের [illegible] প্রকাশ করে, স্ত্রীলোকের [illegible] সংবাদদাতা [illegible] [illegible] লাভী হইবার আজ্ঞা [illegible] তাহার প্রভুর স্ত্রীকে বলিল, মেম! [illegible] নাক কাটিবা [illegible] নাক কাটি[illegible] [illegible] লোকে বলে, ডাক্তার সাহেব [illegible] করিতে পারেন। আমাদিগের [illegible] সভ্যতা হইতে কত দূরেই আছেন।

[illegible] এক রেজিমেন্ট ইউরো[illegible] সেনা প্রেরিত হইয়াছে গবর্ণমেন্ট তর[illegible] প্রকৃতি তয়ার করিবার আজ্ঞা দি[illegible]।

[illegible] নেবিলিস নামক আহাজে [illegible] প্রত্যাগমন করিয়া[illegible] ব্যক্তির জবানবন্দি লওয়া কর্ত্তব্য [illegible]

[illegible] ইণ্ডিয়ার [illegible] তাঁহাদের [illegible] [illegible] সর [illegible] লোক সহজে [illegible] হইয়াছে।

[illegible] ভূমি [illegible] তিন কোটি [illegible] [illegible] [illegible]

করিয়াছেন। অদ্য তাঁহার বিচার হইতেছে।

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া অনুমান করেন সদর দেওয়ানী আদালত ও সুপ্রিম কোর্টের একত্রীকরণ হওয়াতে ভারতবর্ষের জন্য এক প্রকার দেওয়ানী আইন প্রস্তুত করিবার যে কমিসন হয় তাঁহারা ভারতবর্ষের ব্যবস্থাপক সভার আগত অধিবেশনে আপনাদিগের রিপোর্ট প্রকাশ করিবেন। ভারতবর্ষের এক প্রকার দায় ভাগ হওয়া অসম্ভব তবে জ্যেষ্ঠাধিকার প্রচলিত করিতে পারিলে এক দিন সম্ভাবনা থাকে।

ঐক্ষণ এ সর চারলস উডের সিবিলিয়ান দিগে, কৃষি ও ব্যবসায়ের বিষয়ে আজ্ঞার প্রতিবাদ করিয়াছেন। সর চারলস উড যাহা করিবেন শ্রীরামপুরের মহাশয় তাহার কিছুই ভাল বলিবেন না। প্রধান কথা।

ফিনিক্স বলেন রেবিনিউ বোর্ডের হস্তে ইনকম টাক্সের কার্য্য যাইতেছে। কলিকাতার কমিসনর বর্গ বিদায় পাইবেন এবং তাঁহাদিগের সেক্রেটারির পদ উঠিয়া যাইবে। কোন ক্ষতি নাই।

উক্তপত্র বিশেষ কারণে বলিয়াছেন সর প্লাউডন ও বিলিয়ান লীএ ইনকমটাক্স উঠাইয়া দিবেন। ভারতবর্ষ তাঁহার নিকটে এই প্রত্যাশা করেন।

১১ ই মাঘ শুক্রবার।

ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের অনুরোধানুসারে সর চারলস উড আজ্ঞা দিয়াছেন ১৩ লক্ষ টাকা ব্যয়ে আলাহাবাদে নূতন আফিস প্রস্তুত হইবে। কাপ্তেন পাইল এই ভার প্রাপ্ত হইয়াছেন। নূতন কণ্ট্রাক্ট কোম্পানি বাটী প্রস্তুতের ভার লইবেন।

উত্তর পশ্চিমাঞ্চলের সদর দেওয়ানী আদালত আজ্ঞা দিয়াছেন যে কোন বিচারপতি কোন ব্যক্তিকে মিথ্যা সাক্ষী দিতে দৃষ্ট করিলেন, তাহাকে হয় মাজিষ্ট্রেটের নিকটে প্রেরণ করিবেন নচেৎ নিজে অনুসন্ধান করিয়া সেশনে সমর্পণ করিবেন। সকল সময়ে একাজ করা উচিত।

ইংলিসম্যান নিশ্চয় রূপে অবগত হইয়া[illegible]ন এডমণ্ড ড্রোমসাহেব পদত্যাগ করিলে [illegible]রিংটন সাহেব তদীয় পদে নিযুক্ত হইবেন [illegible]মাদিগের ইচ্ছা ও তাই।

রিকর্ডার বলেন মজফরের এক জন দারোগা পীড়িতাবস্থায় মৃতদেহ গঙ্গায় ভাসিতেছিল? তাহাকে বধ করা হইয়াছে এরূপ বোধ হইয়াছিল।

উক্ত পত্র লণ্ডন হইতে সংবাদ পাইয়াছেন সর হিউরোজকে পদচ্যুত করা হইবে স্থির হইয়াছে। ভারতবর্ষীয় প্রধান সেনাপতির পদ উঠিয়া যাওয়া সম্ভব। প্রত্যেক প্রেসিডেন্সির এক এক প্রধান সেনাপতি হইবেন। সর রবার্ট নেপিয়র যুদ্ধ ডিপার্টমেণ্টের সেক্রেটারি স্বরূপ সকলের উপরে কর্ত্তৃত্ব করিবেন। কেম্ব্রিজের ডিউক যদি সর হিউরোজকে বিচারের ভয়ের জন্য যদি পদচ্যুত করেন তাহা হইলে ইংলণ্ডীয় সেনাদল এক জন বীর হারাইবেন। ক্রুলী ও ক্রিউলী ঘটিত বিষয় যদি এত দোষের হয়, ডিউক অব কেম্ব্রিজ ইহা অপেক্ষা গুরুতর দোষ করিয়াছেন। ধর্ম্মনীতির বিষয়ে ইংলণ্ডীয় প্রধান সেনাপতি বিখ্যাত নহেন অধিক কি রাণীর পিতৃব্য না হইলে তিনি নিজে এত দিন পদচ্যুত হইতেন।

টাইমস অব ইণ্ডিয়া বলেন মলীপ সিংহের তত্ত্বাবধায়ক সার জন লোগিন বোম্বাইতে আসিয়াছেন।

ফিনিক্স বলেন কিছুদিন পূর্ব্বে ভারতবর্ষীয় রেইলওয়ের এজেণ্টের আফিসে এক সভা হয়। তথায় চতুর্থশ্রেণীর শকটের আবশ্যকতার বিষয়ে তর্ক হওয়াতে অধিকাংশ সভ্য ইহার বিরুদ্ধ মত প্রকাশ করিয়াছেন। রেইলওয়ে কোম্পানি আপনাদিগের পায় আপনারা কুঠার মারিতেছেন।

রেইলওয়েতে স্ত্রীলোকদিগের শকটে বেশ্যাদিগকে যাইতে দেওয়া উচিত নহে আমরা এই বলিয়া যে প্রস্তাব করিয়াছিলাম ইণ্ডিয়ান রিকর্ডার তাহা অসঙ্গত ও হাস্যের উপযুক্ত বলিয়া জিজ্ঞাসা করিয়াছেন "কে বেশ্যা, কে ভদ্রমহিলা, ইহা কিপ্রকারে জানা যাইবে? আর তাড়াইলে বেশ্যারা কিজন্য না অন্য অন্য স্ত্রীলোকের সহিত" এক শকটে যাইতে পারিবে? রিকর্ডার এ প্রশ্ন এতদ্দেশীয় সমাজ না ইউরোপীয় দিগকে করিয়াছেন? ইউরোপে যাহা হউক এতদ্দেশে বেশ্যা ও ভদ্র স্ত্রীলোক দেখিবা মাত্র জানা যায় যদি তাড়া দিলে এক প্রকার সম্ভব হয় তবে স্ত্রীলোকদিগের জন্য ভিন্ন শকটের [illegible] সমাজের কি শেষ অবস্থায় [illegible] শকট যখন আবশ্যক, তখন বেশ্যা [illegible] বিদূর করিবার প্রস্তাব অসঙ্গত নহে। [illegible] র ন রিকর্ডার জানিবেন আমরা [illegible] লক্ষক, কিন্তু আমরা এক কালে [illegible] ঘৃণা ও অসঙ্গত বোধ করি।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার [illegible] সাধারণ বিদ্যাশিক্ষার ডিরেক্টরের [illegible] তে বর্ত্তমান বর্ষের ছাত্রবৃত্তি প্রা[illegible] দের দুইখানি হিসাব প্রাপ্ত হইয়া[illegible] অ ২৪ জন সিনিয়র ও ১৭০ জন [illegible] বৃত্তি পাইয়াছে। সিনিয়র শ্রেণীতে [illegible] সি কালেজের অধিকাংশ ছাত্র [illegible] হয়ে কলুটোলা বিদ্যালয় ও হুগলী [illegible] প্রধান। হিন্দুকুল বারাসত [illegible] কয়েকটি উত্তম বিদ্যালয় এবার [illegible] হইয়াছে। আমরা আর্টিকিলস [illegible] জাত করিতেছি, বিদ্যাশিক্ষার [illegible] রিপোর্ট ও অন্য অন্য কাগজ [illegible] কটি নিয়মানুসারে প্রেরণ করা হয়।

নিম্নলিখিত ছাত্রেরা বিশ্ববিদ্যালয়ের [illegible] পরীক্ষোত্তীর্ণ হইয়া ছাত্রবৃত্তি প্রাপ্ত হইয়াছেন।

১ ম শ্রেণী।

রাসবিহারী ঘোষ	প্রেসি[illegible] কে[illegible]
কান্তিচন্দ্র বন্দ্যোপাধ্যায়	সংস্কৃত কলেজ।
কেশবনাথ বিশি	প্রেসিডেন্সি কলেজ।
উমাকান্ত চট্টোপাধ্যায়	প্রেসিডেন্সি ক[illegible]
চন্দ্রনাথ বসু	প্রেসিডেন্সি কলেজ।
চন্দ্রকুমার দাস	প্রেসিডেন্সি কলেজ।
কালীচরণ বন্দ্যোপাধ্যায়	ফ্রিচর্চ ইন[illegible]
ভুবনমোহন পোদ্দার	ফ্রিচর্চ[illegible]
গোবিন্দচন্দ্র ঘোষ	প্রেসিডেন্সি কলেজ

২ য় শ্রেণী।

কলিকাতাবিভাগ

বেণীমাধব দে	প্রেসিডেন্সি কলেজ
হরচন্দ্র চক্রবর্ত্তী	সংস্কৃত কলেজ।
ডবলিউ, জে, সিমন্স	ডবুটন কলেজ
নিবারণচন্দ্র মুখোপাধ্যায়	প্রেসিডেন্সিকলেজ
শ্যামাচরণ চক্রবর্ত্তী	প্রেসিডেন্সি কলেজ

হুগলি বিভাগ।

কেশবচন্দ্র রায়	হুগলিকলেজ।
যোগেশ্বর চন্দ্র	ঐ
কৃপাপ্রসন্ন সিংহ	

কৃষ্ণনগর বিভাগে

হেমন্ত মহার্ত	কৃষ্ণনগর কলেজ
শশিভূষণ বন্দ্যোপাধ্যায়	কৃষ্ণনগর কলেজ
অক্ষয়কুমার রায়	কৃষ্ণনগর কলেজ
কালীপ্রসন্ন মুখোপাধ্যায়	কৃষ্ণনগর কলেজ

বহরমপুর বিভাগে

ভবানীচরণ মুখোপাধ্যায়	বহরমপুর কলেজ

ঢাকাবিভাগে

গোপীচরণ চক্রবর্ত্তী	ঢাকা কলেজ
ব্রজমোহন সেন	ঢাকা কলেজ
দীননাথ সেন	ঢাকা কলেজ

নিম্নলিখিত ছাত্রেরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরিক্ষায় উত্তীর্ণ হইয়া স্কলরশিপ প্রাপ্ত হইয়াছেন।

১ম শ্রেণী।

অ[illegible]চন্দ্র মজুমদার	ডবটন কালেজ
জি, ডবলিউ, ডেভি	ডবটন কালেজ
[illegible]চরণ মিত্র	কলুটোলা ব্রাঞ্চস্কুল
হীরালাল বসাক	কলিকাতা ফ্রিচর্চইনষ্টিটিউশন
গোপালচন্দ্র মুখোপাধ্যায়	কলুটোলা ব্রাঞ্চস্কুল
যোগেন্দ্রনাথ বসু	ঐ
শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়	হাবড়া স্কুল
সারদাপ্রসাদ রায়	ঢাকাকালেজিয়েট স্কুল
[illegible] চট্টোপাধ্যায়	হুগলি কালেজিয়েট স্কুল
আনন্দমোহন বসু	মৈমনসিংহ স্কুল

২য় শ্রেণী

কলিকাতা বিভাগ।

[illegible] উদ্দিন	কলিকাতা মাদ্রাসা
রাসবিহারী মল্লিক	ফ্রিচর্চইনষ্টিটিউশন
[illegible]কান্ত বসু	ঐ
[illegible]লাল বসু	কোলুটোলা ব্রাঞ্চস্কুল
[illegible]শচন্দ্র দে	ডবটন কলেজ
[illegible]চন্দ্র বসু	কোলুটোলা ব্রাঞ্চস্কুল
[illegible]চন্দ্র চট্টোপাধ্যায়	জেনারেল এসেম্ব্লিজ ইনষ্টিটিউশন
মতিলাল রায় চৌধুরী	কোলুটোলা ব্রাঞ্চস্কুল
যদুনাথ মিত্র	[illegible] ইনষ্টিটিউশন
হরিবল্লভ বসু	হিন্দুস্কুল
গোবিন্দ প্রসাদ রায়	ঐ
[illegible]চন্দ্র ঘোষ	ঐ
এস, আর, ডিকারকিন	ডবটনকালেজ
[illegible]প্রসন্ন বন্দ্যোপাধ্যায়	কোলুটোলা ব্রাঞ্চস্কুল
গোপাললাল মিত্র	ওরিএন্টাল সেমিনারি
[illegible] গুপ্ত	কলিকাতা ট্রেনিং স্কুল
জয়গোপাল সিংহ	ফ্রিচর্চইনষ্টিটিউশন
চার্লস পিটরসন	সেন্টপলের স্কুল
[illegible]চন্দ্র বসাক	কলিকাতামাদ্রাসা

হুগলিবিভাগ।

করুণাময় বন্দ্যোপাধ্যায়	উত্তরপাড়াস্কুল
সিদ্ধেশ্বর বন্দ্যোপাধ্যায়	হুগলিব্রাঞ্চস্কুল
আমিরআলি	হুগলি কালেজিয়েট স্কুল
শরৎচরণ বন্দ্যোপাধ্যায়	উত্তর পাড়া স্কুল
বিরাজপ্রসাদ বসু	টাকি এডেড স্কুল
নফরচন্দ্র চট্টোপাধ্যায়	হুগলি ব্রাঞ্চস্কুল
বনমালী বন্দ্যোপাধ্যায়	হুগলি কলেজিয়েটস্কুল
কিশোরীলাল চৌধুরী	[illegible] ট্রেনিংস্কুল
অবিনাশচন্দ্র চট্টোপাধ্যায়	বলাগড়িয়া এডেড স্কুল
দেবেন্দ্রলাল সোম	হুগলি কালেজিয়েট
কেদারনাথ চট্টোপাধ্যায়	উত্তর পাড়াস্কুল
কেদারনাথ দাস	[illegible] ঐ
চুনিলাল দাস	হুগলি কালেজিয়েট স্কুল
মহেন্দ্রলাল গুপ্ত	ইশাদপুর এডেডস্কুল

কৃষ্ণনগরবিভাগ

শ্যামলাল দত্ত	নড়াল এডেড স্কুল
গিরিশচন্দ্র সিংহ	কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল
কেদার নাথ ঘোষ	যশোহর স্কুল
রামযদু বন্দ্যোপাধ্যায়	শান্তিপুর এডেড স্কুল
মোহিনচন্দ্র সরকার	পাবনা স্কুল
ক্ষেত্রগোপাল রায়	ভগলপুর স্কুল
কৃষ্ণচন্দ্র সান্যাল	রাজশাহি স্কুল

ঢাকাবিভাগ।

ললিতমোহন রায়	ঢাকাপগোজ স্কুল
মোহিমচন্দ্র চট্টোপাধ্যায়	[illegible] এডেডস্কুল
সেরাজুল ইসলাম	ফরিদপুর ঐ
বঙ্কুবিহারি গুপ্ত	ঢাকাপগোজ ঐ
রাজমোহন দে	
সারদাচরণ সেন	ঢাকাকলেজিয়েট ঐ
বৈকুণ্ঠনাথ রায়	[illegible] এডেড স্কুল
কালীপ্রসন্ন বসু	বরিশাল ঐ
ঈশ্বরচন্দ্র [illegible]	ঢাকাপগোজ ঐ
তারানাথ চক্রবর্ত্তি	ফরিদপুর ঐ

৩য় শ্রেণী।

কলিকাতা বিভাগ।

প্রিয়নাথ মল্লিক	কলুটোলা ব্রাঞ্চস্কুল
এচ্, এ, জিউএট	ডবটনকালেজ
তুলসীদাস শীল	কলুটোলাব্রাঞ্চস্কুল
বেণীমাধব দত্ত	কলিকাতা ট্রেনিংস্কুল
প্রিয়নাথ মুখোপাধ্যায়	ঐ
মতিলাল বর	ফ্রিচর্চইনষ্টিটিউশন
হিরালাল বিশ্বাস	কলুটোলাব্রাঞ্চস্কুল
হৃদয়নাথ বন্দ্য	ফ্রিচর্চ ইনষ্টিটিউশন
কেদারনাথ বসু	কলুটোলাব্রাঞ্চস্কুল
কালীকৃষ্ণ [illegible]	[illegible] ফ্রি কলেজ
[illegible]	ডবটনকালেজ
[illegible] সেন	কলুটোলাব্রাঞ্চস্কুল
[illegible]	কলুটোলাব্রাঞ্চস্কুল
গোবিন্দ[illegible] মল্লিক	ফ্রিচর্চ ইনষ্টিটিউশন
বঙ্কিম[illegible] বিশ্বাস	[illegible]কালেজ
হরেকৃষ্ণ মুখোপাধ্যায়	[illegible]কালেজ
সতীনাথ [illegible]	কলিকাতা ট্রেনিংএকাডেমি
উপেন্দ্রচন্দ্র বসু	ফ্রিচর্চ ইনষ্টিটিউশন
গুরুদয়াল [illegible]	কলুটোলাব্রাঞ্চ[illegible]
কেশবচন্দ্র ঘোষ	হিন্দু[illegible]
নিমাইচন্দ্র বসু	
রায় নরেন্দ্রনাথ চৌধুরী	শালা[illegible]
কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়	জেনারেল এসেম্ব্লিজ ইনষ্টিটিউশন
শ্রীনাথ মিত্র	কলিকাতা ট্রেনিং একাডেমি
দীননাথ বন্দ্যোপাধ্যায়	[illegible]
ত্রৈলোক্যনাথ পাল	কলিকাতা ট্রেনিংএকাডেমি

হুগলি বিভাগ

কালীনাথ চট্টোপাধ্যায়	ঈশ্বরপুর এডেড স্কুল
সারদাপ্রসাদ সেন গুপ্ত	[illegible] স্কুল
[illegible]কৃষ্ণ ঘোষ	হুগলি কলেজিয়েট [illegible]
পূর্ণচন্দ্র মিত্র	[illegible] এডেড স্কুল
গোপাল চন্দ্র মুখোপাধ্যায়	[illegible] এডেড স্কুল
রসিকলাল ঘোষ	হুগলি কলেজিয়েট স্কুল
প্রসন্নকুমার সেন	কোন্নগর এডেড স্কুল
করালীচরণ সরকার	মেদিনীপুর স্কুল
গোপালচন্দ্র দত্ত	[illegible] এডেড স্কুল
মহেন্দ্রনাথ বসু	হুগলি কলেজিয়েট স্কুল
কালীকুমার সেন	
রসময় সুর	[illegible] স্কুল
কার্ত্তিক চন্দ্র পাল	হুগলি ব্রাঞ্চস্কুল
শরচ্চন্দ্র বন্দ্যোপাধ্যায়	[illegible] এডেড স্কুল
রজনী নাথ মিত্র	হুগলি কলেজিয়েট স্কুল
গিরিশচন্দ্র রায়	[illegible] এডেড স্কুল
সুধাংশুভূষণ রায়	[illegible]পুর এডেড স্কুল
প্রসন্নকুমার রায়	[illegible] এডেড স্কুল
অম্বিকাচরণ বন্দ্যোপাধ্যায়	হাবড়া স্কুল
বিপ্রদাস চট্টোপাধ্যায়	শ্রীরামপুর কলেজ
শশিভূষণ বন্দ্যোপাধ্যায়	[illegible] এডেড স্কুল
যদুনাথ বসু	বারাকপুর [illegible]
প্রিয়নাথ বন্দ্যোপাধ্যায়	[illegible]
বিহারীলাল চট্টোপাধ্যায়	[illegible]
বিপিনবিহারী দত্ত	মেদিনীপুর [illegible]
নির্ম্মলচন্দ্র মুখোপাধ্যায়	[illegible] এডেড স্কুল

শান্তিপুর এডেডস্কুল

...চট্টোপাধ্যায় — বারাইপুর এডেডস্কুল

...গুপ্ত — কাশিপুর এডেডস্কুল

...লাল কৃষ্ণ চক্রবর্ত্তী — বোড়াল এডেডস্কুল

...নাথ মুখোপাধ্যায় — কোন্নগর এডেডস্কুল

...সুদন গুপ্ত — জনাই গঙ্গাপুর এডেডস্কুল

...নন্দপ্রসাদ বন্দ্যোপাধ্যায় — বারাইপুর ঐ

...নীলকণ্ঠ চট্টোপাধ্যায় — কলাতা ঐ

...মাধব দাস — পুরীস্কুল

কৃষ্ণনগর বিভাগ।

...কুমার সেন — নড়াল এডেড স্কুল

...ভূষণনাথ চক্রবর্ত্তী — বর্দ্ধমান মহারাজার স্কুল

...কৃষ্ণকিশোরী সরকার — কাটোয়া ... ইনিষ্টিটিউশন

...জানকীনাথ ভট্টাচার্য্য — কৃষ্ণনগর কলেজিয়েটস্কুল

...দীনবন্ধু চৌধুরী — ঐ

...মনোমোহন সরকার — বীরভূম স্কুল

...পীতাম্বর ...পাধ্যায় — বাঁকুড়া স্কুল

... — শান্তিপুর এডেডস্কুল

...মেশচন্দ্র চক্রবর্ত্তী — কালনা ... ইনিষ্টিটিউশন

...শচন্দ্র সেন — ... কলেজিয়েট স্কুল

...চন্দ্র সরকার — বীরভূম স্কুল

...বিহারী বৈদ্য — ... এডেড স্কুল

...বিভাগ।

...সুন্দর সাহা — ফুলতলা স্কুল

...প্রসাদ — ভাগলপুর স্কুল

...নাথ ... মুখোপাধ্যায় — কলেজিয়েট স্কুল

...চন্দ্র সেন — ... স্কুল

...চন্দ্র ... — ... কলেজিয়েট স্কুল

...কৃষ্ণ ঘোষ — ঐ

...লাল রায় — ঐ

...বিহারী দাস — ঐ

...রায় — ... স্কুল

...লাল — ভাগলপুর স্কুল

...চন্দ্র মুন্সি — ...পাহি স্কুল

...রহমান — বহরমপুর কলেজিয়েটস্কুল

...আলি — পাটনা কালেজ

ঢাকা বিভাগ।

...চন্দ্র চক্রবর্ত্তী — ...স্কুল

...চট্টোপাধ্যায় — ...বাজার স্কুল

...নাথ মিত্র — ...এডেডস্কুল

...প্রসন্ন চৌধুরী — বরিশালস্কুল

...শর্ম্মা — ...পুর ঐ

...চন্দ্র ...বাজার — ঐ

...চন্দ্র চট্টোপাধ্যায় — ... ঐ

...নাথ চট্টোপাধ্যায় — ...পুর ঐ

...চন্দ্র রায় — ... ঐ

জগবন্ধু সাহা — ঢাকা কলেজিয়েট ঐ

রামচন্দ্র গোস্বামী — ...হাটী ঐ

দুর্গারাম দাস — চিটাগাং ঐ

রঘুবর দত্ত — শিবসাগর ঐ

দুর্গাচরণ মিত্র — নওয়াখালি ঐ

১৩ই মাঘ শনিবার

গত শুক্রবার সংস্কৃত কালেজের পারিতোষিক দান ক্রিয়া নির্ব্বাহ হইয়া গিয়াছে; উক্ত কালেজের ... ই, বি, কাউএল সাহেব বহুৎ ঐ কার্য্য নির্ব্বাহ করিয়াছিলেন, ডাইরেক্টর ... এস, আটকিনসন, সাহেব ও উপস্থিত হইয়া ছাত্রগণের যথোচিত উৎসাহ বর্দ্ধন করিয়াছিলেন। অধ্যক্ষ মহাশয়ের প্রথ... সংস্কৃত পাঠশালা রত্নপ্রসবিনী নাম ... হইয়াছে।

এস্থলে বিবেচনা করা উচিত যে সংস্কৃত কালেজের ছাত্রেরা গুরুতর পরিশ্রম সহকারে পাঁচ ছয় সংস্কৃত পুস্তক সমুদয় পাঠ করিয়া পরে প্রবেশিকা পরীক্ষা জন্য প্রস্তুত হয় ... তাহারা ১৯ বৎসর মধ্যে কিপ্রকারে প্রবেশিকা পরীক্ষোত্তীর্ণ হইতে পারে। আর উক্ত পরীক্ষাস্থলেও সংস্কৃত বাঙ্গালা বা অন্য ... বিশেষ প্রভেদ নাই, কর্ত্তৃপক্ষীয়দিগের ... যে কিঞ্চিৎ মনোযোগ করা ... ...কোন প্রভেদ না থাকিলে ছাত্রগণের শিখিতে উৎসাহ হইবে কেন।

... বলেন যে ইষ্টইণ্ডিয়া রেলওয়ে কোম্পানি নিজ ... যাইবার যোগ্য ১ম শ্রেণীর গাড়ী প্রস্তুত করিতে মনস্থ করিয়াছেন।

ফিনিক্স ... বলেন ... জেনেরল ... সহিত ... আগ্রার ...

তিনি ... বলেন যে, গোয়ালিয়রের মহারাজ গত সপ্তাহে ... পরিত্যাগ করিয়াছেন।

ইংলিসম্যান বলে, ব্রিগেডিয়ার জেনেরল সাউথাম সাহেব কলিকাতা হইতে মুরশিদাবাদ গিয়াছেন।

... বলেন মহীশূরের রাজা ... প্রধান শাসন কর্ত্তা হইয়াছেন।

—

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সমাজ।

৫ ই মাঘ শনিবার।

কলিকাতার ধূম নিবারণের বিল বিধি সিদ্ধ হইল।

১৮৬০ অব্দের ৩২ আইনের ... র্থের বিল অর্পণ করিবার অনুমতি দেওয়া ... থানার অন্তর্গত যে যে গ্রাম ... হ। তাহা পুনর্ব্বার সাধারণ ... বিচারালয়ের অধীনস্থ হইল।

ইডেন সাহেব কলিকাতার ... পাল বিল অর্পণ করিবার অনুমতি প্রার্থ... লেন।

মৌলবী আবদুল লিংফের ... ঠিকাগাড়ীর ভাড়ার বিল বিবেচিত হইল। ... জানুয়ারি পর্য্যন্ত সভা বন্ধ রহিল।

কলিকাতা হাই কোর্ট।

২০এ জানুয়ারি কালিপ্রসাদ রায় ৮৫ ... মূল্যের গহনা চুরি করিয়াছিল বলিয়া ... কারা রুদ্ধ হইয়াছে।

৮৫ টাকা চুরির জন্য ... মাস কারাবাস হইয়াছে।

... চুনিলাল ... ১০০ টাকা ... করিয়াছিল বলিয়া ১৮ মাস ... হইয়াছে।

... নাম্নী বেশ্যার গৃহে ... জিনিষপত্র ... অপরাধে ... ২ বৎসর কারাবাসে গিয়াছেন।

... বেশ্যা ও ... চট্টোপাধ্যায় গোবিন্দলালের ... চৌর্য্যাপরাধে ... করিয়া কারাগারে গিয়াছেন।

... নামে এক জন বেশ্যার ... টাকা চৌর্য্যাপরাধে ১৮ মাস কারাবাস ... হইয়াছে।

শিবু ... প্রভৃতি কয়েক ... ১০০ টাকার মোট চুরির অপরাধে তিন বৎসর ... কারাবাস হইয়াছে।

কলিকাতা ছোট আদালত।

২০এ জানুয়ারি গোলকচন্দ্র মিত্র ... জমির উপরিস্থিত গৃহ ভগ্ন ... কমিসনর ... সাহেবের নামে ১২১৮ টাকা দাবীতে নালিশ করিয়াছে।

—

কলিকাতা পুলিশ আফিস।

এক জন গাড়োয়ানের ... গাড়ি চালাইবার জন্য ২ দুই টাকা অর্থদণ্ড হইয়াছে।

... আলম নামক ... কাই টেলো সাহেবের নামে ... যোগ হইয়াছে, সাক্ষী ও প্রায় ... কি হয় বলা যায় না বিচারকের ...।

অধিক আরোহী লইবার জন্য ... ৩ টাকা ও আর একজনের ১০ ... হইয়াছে।

একজন কুলির নামে পেনেটিহাটিতে এক ... লইয়াছিল বলিয়া অভিযোগ হও-য়াতে মাজিষ্ট্রেট সাহেব গুরুতর পরিশ্রমের সহিত এক মাস কারাবাসের অনুমতি দিয়াছেন।

উইলিয়ম স্মিথ সাহেবের কিছু ... জিনিস ... চুরি করিয়াছে বলিয়া একস্ত্রীরমাসেনা ... প্রমাণ হওয়াতে তাহার গুরু পরিশ্রমের সহিত ৩ মাস মেয়াদ হইয়াছে।

... গ্রেগরি সাহেব আমার ১।।০ মূল্যের ... চুরি করিয়াছে বলিয়া দীন মহম্মদের নামে নালিস করায় মাজিষ্ট্রেট সাহেব প্রমাণ পাইয়া তাহার দুইমাস কারাবাসানুমতি করিয়াছেন।

এক জন মুসলমান ... সাহেবের ... অর্পমান করিয়াছিল বলিয়া তাহার দশ টাকা দণ্ড হইয়াছে।

... গ্রেহাম নামে এক জন ইউরোপীয় ... পোদ্দারের দোকানে ... পোদ্দার ... বাটিতে যাওয়াতে সারজন সাহেব তাহাকে ধরিয়া আনিয়া ছিলেন। মাজিষ্ট্রেট সাহেব প্রমাণ লইয়া তাহার এক মাস মেয়াদ দিয়াছেন, ইউরোপীয় কি না?

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেণ্টগবর্ণরের আজ্ঞানুসারী নিয়োগ।

৭ই জানুয়ারি—জে, জি মকেট সাহেব নি-... শ্রেণীর সুপরিন্টেণ্ডেণ্টের সহকারী ও ... কালেক্টর ও চট্টগ্রামের বন্দরের অধ্য-ক্ষ হইয়াছেন।

... নিমক এজেণ্টের সহকারী ডব-... জি, ব্লাক সাহেব ষষ্ঠশ্রেণীতে উথিত ... হইয়াছেন।

... জানুয়ারি—সেহানের প্রতিনিধি ... বাবু তারকনাথ বিদ্যাসাগর ... জেলার পুলিস সুপারিন্টেণ্ডেণ্টের প্রতিনিধি হইয়াছেন।

১৩ই জানুয়ারি—জে, ... সাহেব চট্ট-গ্রামের মাজিষ্ট্রেট ও কালেক্টরের সহকারী হইয়াছেন। ১৮৬১ অব্দের ২৫ আইনের ২২ ধারানুসারে ১ম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

... জয়েণ্টমাজিষ্ট্রেট ও ডেপুটি কা-লেক্টর এইচ, বেভিরিজ সাহেব বদলি হইয়া ... দিনাজপুরে গিয়াছেন।

সি, ডি ফিল্ড সাহেব ১৮৬১ অব্দের ২৫ আ-ইনের ২২ ধারা ও ১৮৫৫ অব্দের ১০ আইনের ১৪ ধারানুসারে নদীয়া জেলার ... চুয়াডাঙ্গার ১ম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেট ... এবং উক্ত আইনের ৩৮ ধারানুসারে ঐ ... বি-চারালয়ে আসিবার উপযুক্ত মোকদ্দমা ... অথবা দোষী ব্যক্তির প্রথম তত্ত্বানুসন্ধানের সমস্ত ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

১৪ই জানুয়ারি—কাপ্টেনমেণ্টগের (মেদিনীপুরের) প্রতিনিধি ... মাজিষ্ট্রেট মে-জর, এম ... স্মিত সাহেব বারাকপুরের কা-ণ্টনমেণ্ট ... মাজিষ্ট্রেট ও ... ক্ষমতা ... হইয়াছেন।

১৩ই জানুয়ারি—নিম্ন লিখিত ... মা-জিষ্ট্রেট ডেপুটি কালেক্টর। ১ম শ্রেণীতে প্রমোশন পাইয়াছেন।

ডবলিউ, আর, ষ্টেভিন সাহেব	ভাগলপুর
সি পি ... সাহেব	সুন্দরবন
বাবু ... ঘোষাল	...
অভয়চন্দ্র ...	২৪ পরগণা

দ্বিতীয় শ্রেণীতে

জে, টি, ওড ... সাহেব	সাঁওতাল
টি, এ, ডনক সাহেব	টিটাগড়
ডবলিউ, ... সাহেব	২৪ পরগণা
এ, এস কোল সাহেব	যাব
ডবলিউ, এইচ, ...	কুচবিহার

তৃতীয় শ্রেণীতে

মৌলবি ...	বাহাদুরপুর
ডবলিউ, ও বেলি সাহেব	সিউয়ান
বাবু মথুরানাথ বন্দ্যোপাধ্যায়	রাজসাহী
মৌলবী আমেদ আমের	মানভূম
বাবু দ্বারিকানাথ বন্দ্যোপাধ্যায়	২৪ পরগণা
ডবলিউ, সারসম সাহেব	চট্টগ্রাম
ডবলিউ, জে ... সরবে	ডিপার্টমেণ্ট
বাবু কালি ...	হাজারিবাগ
গৌরচন্দ্র ...	চট্টগ্রাম
সি, ডবলিউ, উইলমট সাহেব	ময়মনসিংহ
... জি, মান সাহেব	ঐ
টি, টুক ... সাহেব	নড়াইল
মৌলবি আমির আমেদ খাঁ	যশোহর
এম, জিনট সাহেব	বর্দ্ধমান
বাবু সূর্য্যকুমার মুখোপাধ্যায়	পুঁটে
বাবু ঈশ্বরচন্দ্র মিত্র	কিটোয়া
বাবু অভয়চরণ বসু	কালনা
বাবু শ্যামলানন্দ মুখোপাধ্যায়	কাঁথি/কাপ্তাই

চতুর্থ শ্রেণীতে

এইচ, ডেভিস সাহেব	ঢাকা
মৌলবী গোলাম হোসেন	ত্রিপুরা
মুনসি ...	বর্দ্ধমান
বাবু মহেন্দ্রনাথ বসু ...	...

ডবলিউ, জি ডিয়ার্ড সাহেব
জে, এ নিকেটস সাহেব
জে, স্কট সাহেব — সাঁওতাল
জে ই কাইমেল সাহেব
ডবলিউ কেমেস্টন সাহেব — ভাগলপুর
বাবু হেমচন্দ্র রায় — ...
" কালিপ্রসন্ন রায় — ...
এ, ডি, বি, বোমেজ — ...
বাবু ... দাস — ...
এজি আর ওয়াকার সাহেব — ...
বাবু রাসবিহারী বসু — ...
" রামকুমার বসু — ...
" ... — ...
এইচ এম, ... — ...
ই, এম জি, ... সাহেব — ...
বাবু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বি, এ — ...
বাবু ... সেন — কালনা
এস, সি, হ্যামিল্টন সাহেব — ...
মৌলবি ... আলি — ...
বাবু ... — ...
বাবু ... — ...
ই, বি, ... সাহেব — ...
মৌলবি আবদুল ... — ...

পঞ্চম

বাবু ... ঘোষ — ...
" ... — মেদিনীপুর
" ... — ...
মৌলবী ... — ...
বাবু শ্যামাচরণ চট্টোপাধ্যায় — ...
" ... সিংহ — ...
মৌলবী ... আলি — ...
বাবু ... চন্দ্র ... — চট্টগ্রাম
এ, ... সাহেব — ...
বাবু ... মল্লিক — ...
" ... ঘোষ — ...

নিম্নলিখিত ব্যক্তিরা ডেপুটিমাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টরের প্রতিনিধি হইয়াছেন

নদিয়া যশো, হর ২৪ পরগণা :

বাবু আনন্দমোহন মজুমদার

নদিয়া যশোহর ... পরগণা পাবেন।

বাবু ... চৌধুরি

" কালিচরণ ঘোষ

নদিয়া যশোহর ২৪ পরগণা পাবনা, ...

" কৃষ্ণবেহারি মুখোপাধ্যায়

১৪ই জানুয়ারি—... মেডিকেল কর্ম্মচারির প্রতিনিধি হইয়াছেন।

১৫ই জানুয়ারি—লেপ্টেনাণ্ট জে, জে, ... সাহেব শিবসাগরের পবলিক ইন্‌ষ্ট্রক্‌সনে ... কমিটির মেম্বর হইয়াছেন।

জে, ... সাহেব ... কমিটির মেম্বর হইয়াছেন

১৯এ জানুয়ারি—... প্রতিনিধি ... জয়েণ্টমাজিষ্ট্রেট ও ডেপুটি কলেক্টর ... ক্ষমতা পাইয়াছেন।

পত্রপ্রেরকের প্রতি।

শ্রীব্রজেশচন্দ্র প্রামাণিক স্বাক্ষরিত পত্র প্রকাশ করা আবশ্যক বোধ হইল না, পত্রপ্রেরক কিছু দিন দেখুন যদি পুনরায় উপদ্রব করে, পুনরায় রাজগোচর করিবেন, অবশ্য প্রতীকার হইবে।

শ্রীরাজেন্দ্রকুমার রায় চৌধুরী,, এই স্বাক্ষরিত পত্রের লিখিত বিষয় সোমপ্রকাশের উপযোগী নহে।

"শ্রীহরিদীচরণ মুখোপাধ্যায়ের" প্রেরিত পত্রের বক্তৃতা অংশ ঐ দীর্ঘ বাক্যা পরিত্যক্ত হইল এবং মূল পত্র বিবিধসংবাদ স্থলে গৃহীত হইল

যে অযথার্থ কহিতেছেন, নিশ্চয় করিতে না পারায় "শ্রীকালীকমল রায়, এই স্বাক্ষরিত পত্র প্রকটিত হইল না

বউবাজারের পত্র প্রকাশ করা গেল না, তাহার কারণ এই, তিনি যে অভিপ্রায় প্রকাশ করিয়াছেন, তাহা সকলের অনুমোদিত হইবে না।

ইনড়েন্টা মণ্ডল ই ন.হাবাকুড বিদ্যালয় ঘটিত পত্র যে উদ্দেশে লিখিত হইয়াছে, সম্বাদ পত্রে প্রচার করা, অপেক্ষা মাজেস্ট্রেটের গোচর করিলে তদ্বিষয়ে অধিক উপকার দর্শিবে।

ভারতবর্ষীয় সভা সংক্রান্ত পত্রে যে যে বিষয় লিখিত হইয়াছে, তাহার প্রায় সমুদায়ই সোমপ্রকাশে প্রকাশিত হইয়াছে, তবে পত্রপ্রেরক শাখা সভার বৃত্তান্ত প্রকাশ হয় না বলিয়া যে আক্ষেপ করিয়াছেন, তাহা অসঙ্গত নহে, শাখা সভার কার্য্য বিবরণ প্রকাশ করা অতিশয় আবশ্যক।

বালিসহর নিবাসি সম্প্রতি বক্তব্য এই, চৌকিদারী টেক্স হইয়া যদি ঐ অর্থ রাজকোষ গত না হইয়া গ্রামের উন্নতির নিমিত্ত ব্যয়িত হয়, এ টেক্স দেওয়া অসঙ্গত নয়। তবে বিশৃঙ্খলা হইয়াছে বলিয়া পত্রপ্রেরক যে কোন লিখিয়াছেন, মাজিস্ট্রেটের গোচর করিলে তাহার নিবারণ হইতে পারিবে।

প্রেরিত

পরমপূজনীয় শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয়েষু।

আপনি প্রায়ই ব্রাহ্মদিগকে উৎসাহ দিয়া থাকেন ও আপনার দৃঢ় সংস্কার এই যে ব্রাহ্মদিগের দ্বারা এদেশের শ্রীবৃদ্ধি হইবে, প্রায় কখনই ব্রাহ্মদিগের নিন্দা লিখিয়া কুৎসা আপনকার পত্রিকার কলেবরকে স্থান দেন নাই। এই সকল কার্য্য দ্বারা বিলক্ষণ প্রতীয়মান হইতেছে যে আপনি আধুনিক ব্রাহ্মদিগের অনুরাগ করেন ও ব্রাহ্মদিগের এক জন বন্ধু। আমিও পূর্ব্বে আপনকার মতপ্রবিষ্ট ছিলাম, সম্প্রতি বিলক্ষণ অনুধাবন করিয়া দেখিলাম যে ব্রাহ্ম ধর্ম্ম আমাদের দেশে কিছু করিতে পারিতেছে না, ও ব্রাহ্মদিগের কার্য্য সকল আমার অল্পবুদ্ধিতে সমীচীন বলিয়া প্রতীয়মান হইতেছে না! কিছু দিন হইল অযোধ্যানাথ পাকড়াশি কি প্রণালীতে পৈতৃক শ্রাদ্ধ করিলেন তাহার সংবাদ আমি অদ্য পাইলাম না। সম্প্রতি কেশব বাবুর পুত্রের জাত কর্ম্ম দেখিতে গিয়াছিলাম সেখানে 'পিতর আতুরেও শ্রীদেও ইত্যাদি' প্রার্থনা শুনিলাম কিন্তু ব্রাহ্ম ধর্ম্মের ব্যাখ্যানে পড়িয়াছিলাম যে "আমরা পৌত্তলিকদিগের মত আয়ু দেও ধন দেও ইত্যাদি প্রার্থনা করি না। অতএব কিছুই ঠিক করিয়া উঠিতে পারিলাম না। যে দেবেন্দ্র বাবু কলিকাতা ব্রাহ্ম সমাজে ব্যাখ্যান দিতে দিতে উক্ত প্রকার বাক্য প্রয়োগ করিয়াছিলেন তিনিই আবার কেশব বাবুর পুত্রের জাত কর্ম্ম উপলক্ষে এই প্রকার বাক্য প্রয়োগ করিলেন। আমি যখন এই সকল চিন্তায় ব্যাকুল আছি, তখন আবার কেশব বাবুর পরিবারস্থ কোন ব্যক্তি আমাকে সমাচার দিলেন যে "প্রিয়তমা বাহিরে এই সকল ধুমধাম দেখিতেছ কিন্তু বাটীর ভিতর পৌত্তলিক ক্রিয়া অনুসারে ষষ্ঠী পূজা সম্পন্ন হইয়াছে" এই বাক্য শুনিয়া আমার কেমন এক অনির্ব্বচনীয় ভাবের উদয় হইল, ভাবিলাম ব্রাহ্মদিগের সকল কার্য্যই কপট দেখিতে পাই!! কেশব বাবু—যাঁহাকে আমরা নির্ম্মল চরিত্র ব্রাহ্ম বলিয়া জানি, তাঁহার বাটীতে এই প্রকার ব্যবহার হইল। আবার মনে করিলাম, অযুত বাবুর পুত্রের যে দিন অন্নপ্রাশন ব্রাহ্ম ধর্ম্মানুসারে হইয়াছিল তাহার দিন দুই পরে তাহার মৃত্যু হইয়াছিল বলিয়া কেশব বাবু স্বাভাবিক অপত্যস্নেহ বশীভূত হইয়া ষষ্ঠী পূজা করাইলেন এবং বাহিরে ব্রাহ্ম অনুষ্ঠান করিলেন।

৪ঠা মাঘ
১৮৬৩ } শ্রীদিননাথ শর্ম্মা।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহোদয়েষু।

মহাশয়! আপনার ২২এ পৌষের সোমপ্রকাশে বিবিধ সংবাদ মধ্যে একটী অদ্ভুত সংবাদ পাঠ করিয়া বিস্মিত হইলাম। বাবু অযোধ্যানাথ পাকড়াশি মহাশয় তাঁহার পিতার মৃত্যু দিনাবধি দশ দিন পর্য্যন্ত হবিষ্যান্ন ভোজন, পাদুকা পরিত্যাগ, কাছা গলায় দেওয়া, হবিষ্যান্ন ভোজন প্রভৃতি হিন্দু ধর্ম্মানুসারে অশৌচ গ্রহণ পূর্ব্বক ব্রাহ্ম ধর্ম্ম মতে পিতৃশ্রাদ্ধ সম্পন্ন করিয়াছেন। ইহা যদি সত্য হয়, তবে এই অদ্ভুত সংবাদ সন্দেহ নাই। বাবু পাকড়াশি মহাশয় দুই কূলের মনোরক্ষা করিতে গিয়া কি নির্ম্মল ব্রাহ্ম ধর্ম্মে কলঙ্কারোপ করিলেন? তিনি যদি লোকভয়ে এতই ভীত ছিলেন, তবে ব্রাহ্ম মতে শ্রাদ্ধ করিতে গেলেন কেন? ব্রাহ্মেরা কি যথোপযুক্ত বিচার না করিয়াই কর্ম্ম অনুষ্ঠান করিয়া থাকেন? ব্রাহ্মেরা কি অদ্যাপিও লোকভয়ের এত দাস? সম্পাদক মহাশয়! যদি পাকড়াশি মহাশয়, (যৌন জাতিতে ব্রাহ্মণ) দশ দিন অশৌচ গ্রহণ করিলেন তবে ইহার মতে বৈশ্য শূদ্র ১৫ দিন, শূদ্র ব্রাহ্মেরা এক মাস অশৌচ গ্রহণ করিবেন, ইহার অনুরোধে ব্রাহ্মদিগকে জাতিভেদ স্বীকার করিতে হইল। বড়ই আশ্চর্য্যের বিষয়। সম্পাদক মহাশয়! মধ্যে মধ্যে ব্রাহ্মদিগের এপ্রকার কার্য্যের বিশৃঙ্খলা দেখিয়া অনেকেই ব্রাহ্ম ধর্ম্মের প্রতি বিদ্বেষ প্রকাশ করিয়া থাকেন। কিন্তু তাঁহারা যদি বিবেচনা করিয়া দেখেন, উপাসকের দোষে ধর্ম্মের দোষ হয় না।

অবশেষে ব্রাহ্মভ্রাতাদিগকে কিছু না বলিয়া এই প্রস্তাবের উপসংহার করিতে পারিলাম না। যাহাতে আর উপরি উক্ত ঘটনা না হয় এজন্য ব্রাহ্মদিগের সাবধান থাকা নিতান্ত কর্ত্তব্য।

২রা মাঘ
১২৬৯ } কোন এক জন ব্রাহ্ম।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

মহাশয়! গত ২২শে ডিসেম্বর সোমপ্রকাশে অনুগ্রহ করিয়া আমার যে ভ্রমণ বৃত্তান্ত প্রকাশ করিয়াছেন, তাহার লিখিত প্রতিজ্ঞা অনুসারে উলাগ্রামের মারীভয় নিবারণী সভার বক্তৃতার তাৎপর্য্য নিম্নে লিখিলাম। প্রকাশ করিয়া বাধিত করিবেন।

"উলা" এই গ্রামের নাম বোধ হয় সকল বঙ্গবাসিগণই শুনিয়াছেন। ইহার পূর্ব্ব সুখসৌ-

ভাগের বিবরণ না জানিলে ইহার বর্ত্তমান দুরবস্থা কাহারই হৃদয় আকর্ষণ করিতে পারিবেক না। এজন্য ইহার মহামারী জনিত দুরবস্থার সহিত ইহার পূর্ব্বসুখেরও কথা বলিতেছি।

"উলাগ্রাম অতি পূর্ব্ব পূর্ব্ব সময়ে লোকের বীরত্ব নিবন্ধন বীরনগর নামে বিখ্যাত। এই নগর কৃষ্ণনগরের ৩ ক্রোশ দক্ষিণে ভাগীরথী শাখা চূর্ণী নামক নদীর তীরবর্ত্তী। ইহার দৈর্ঘ্য উত্তর দক্ষিণে ২ ক্রোশ, প্রস্থ পূর্ব্ব পশ্চিমে ১ ক্রোশ। ১২৬৩ বঙ্গাব্দের পূর্ব্বে ইহা আনুমানিক ত্রিংশত সহস্র ব্যক্তির আবাসস্থান ছিল। বৃহৎ বৃহৎ অট্টালিকা, লোকাকীর্ণ রাজপথ, বাস্তুতাপরিপূর্ণ হাট ও বাজার দ্বারা সুশোভিত ছিল। নিত্য উৎসবের ও স্বচ্ছন্দতার উল্লাসধ্বনি দুই তিন ক্রোশ পথ হইতে পথিকের মনঃ আকর্ষণ করিত। ইহার নিবাসীবর্গ স্বার্থপরতাবিহীন, বদান্যশীল ও সদানন্দ ছিলেন। কি দরিদ্রের কুটীর, কি ধনীর অট্টালিকা আতিথ্যব্রতে নিয়োজিত ছিল। ইহাতে শত শত সজ্জন, সভ্য, সুলেখক জ্ঞানী ও ধার্ম্মিক লোক ছিলেন। সমস্ত গ্রামের মধ্যে একটী ভ্রাতৃসুখ দৃষ্ট হইত। নিবাসিগণের সম্প্রীতিরূপ সরস কমলের পরিমল এবং জন্য প্রতিগৃহে নিরন্তর বন্ধু বান্ধব আগমন করিতেন। সংক্ষেপতঃ প্রতিগৃহই পরম আনন্দের স্থান ছিল।

"হায়! সম্প্রতি ইহার সে সৌভাগ্যসূর্য্য অস্তগত হইয়াছে। সে সুখনলিনী মুদিত হইয়া গিয়াছে। ইহার কমলা চঞ্চলা হইয়াছেন। সমরাগ্নির ন্যায় প্রবল মহামারী ইহার অধিকাংশ নিবাসী হত করিয়াছে। ইহার জীবিত ব্যক্তিগণকে অকর্ম্মণ্য ও মৃতবৎ করিয়া রাখিয়াছে।

"সন ১২৬৩ বঙ্গাব্দে ভাদ্রমাসে এই মহামারী রূপ ভীষণ হুতাশন জ্বলিয়া উঠে। সে সময়ে কোন গৃহ এরূপ ছিল না, যেখানে পাণ্ডুর আভা ও উত্তাপ রোগীর আর্ত্তনাদ ও মৃত্যু জন্য ক্রন্দনে পর্য্যবসিত হয় নাই। প্রতিমার অধিবাস হইয়াছে, পূজার উদ্যোগ হইতেছে এমত সময়ে সংসারের সকলে একে একে আক্রান্ত হইলেন। তাঁহাদের ক্রন্দন ধ্বনে গ্রাম কম্পিত হইতে লাগিল। পূজার সম্পূর্ণ ব্যাঘাত হইল। বাদ্যকরগণ বাজনা পরিত্যাগ করিল, পুরোহিত পূজা, দুঃখী উদ্যোগ, বালক বালিকা আমোদ পরিত্যাগ করিল। দুই তিন দিনের মধ্যে কোন কোন গৃহ শ্মশান হইয়া গেল। নদীর কূল, খাল, বিল, গর্ত্তের ধার, চিতার অগ্নিতে উদ্দীপ্ত হইল। চিতাধূমে গগন অন্ধকার হইল। কিছু দিনের মধ্যে সৎকারের উপায় রহিল না। তখন রাজপথ, গলি, ঝোপ, জঙ্গল, মৃতদেহে পরিপূর্ণ হইল। শৃগালকে শৃগাল ও গৃধ্র গণ প্রায় অধিকার করিল। স্নেহময়ী জননীর অস্থিরীকৃত ক্রোড়ে অবাক্রান্ত দুগ্ধপোষ্য সন্তান জননীর বিকৃতাবস্থার নিবৃত্তি প্রাপ্ত হইয়া জীবন ত্যাগ করিল। কোন স্থানে বা অর্দ্ধ অর্দ্ধ বাক্যে জননীকে ডাকিয়া উত্তর পাইল না, ক্ষুধা তৃষ্ণা ও আহার অভাবে গৃহ মধ্যে কাঁদিয়া কাঁদিয়া বেড়াইয়া অবশেষে অচেতন জননীর ক্রোড়ে লীন হইল এবং অনতিবিলম্বে মৃত্যু তাহার অভিনব প্রস্ফুটিত কুসুম সদৃশ বপুকে হরণ করিয়া লইল। কোন স্থানে কোন ব্যক্তি পীড়া হইতে একটু আরোগ্য লাভ করিয়াছেন, এমন সময়ে গৃহের আর আর সকলে শয্যা দিয়া পড়িলেন। তাঁহাকে পথ্য দেয় এমত কোন ব্যক্তি রহিল না। তিনি পথ্যাভাবে লোকলীলা সম্বরণ করিলেন। এই রূপে চতুর্দ্দিকে মৃত্যুর স্রোত প্রবাহিত হইতে লাগিল। কতশত ব্যক্তি দেশ বিদেশে পলায়ন করিলেন। গ্রাম শ্মশানের ভয়াবহ মূর্ত্তি ধারণ করিল। বিদ্যালয় সকলের কার্য্য স্থগিত হইল। মুন্সেফী কাছারী স্থানান্তরিত হইল।

"সেই বিপদের সময় আমাদিগের দয়ালু গবর্ণমেণ্ট কয়েকজন ডাক্তার পাঠাইয়া কিয়ৎ পরিমাণে উপকার করিয়াছিলেন। কিন্তু তাঁহারাও অনেকে জ্বরগ্রস্ত হইয়া পলায়ন করিলেন। এই রূপে ভাদ্র অবধি পৌষ পর্য্যন্ত পাঁচ মাসের মধ্যে অনুমান পঞ্চ সহস্র ব্যক্তি গত হইলেন। মাঘ মাস অবধি শীতাধিক্যে প্রকোপ কিছু শান্ত হইল। ২০০। ১০০ করিয়া লোক মৃত্যুমুখে পতিত হইতে লাগিল। পুনরায় বর্ষাকাল পড়িতে পড়িতে মহামারীর অনল জ্বলিয়া উঠিল। ৫। ৬ মাসের মধ্যে অনুমান ত্রিসহস্র লোক কালগ্রাসে পতিত হইল। তাহার পর এমন হইয়া উঠিল যে উলায় বিদেশী পদার্পণ করিলেই পীড়া হইতে লাগিল এমত কি তাদৃশ অনেকে লোক লীলা সম্বরণও করিয়াছেন। সেই অবধি এক্ষণ পর্য্যন্ত প্রতি বর্ষে আষাঢ় শ্রাবণ হইতে পীড়ার উপদ্রব আরম্ভ হইয়া অগ্রহায়ণ পৌষ পর্য্যন্ত থাকে। তৎপরে অবশিষ্ট কয়েক মাস কিছু স্বাস্থ্যের সহিত গত হয়। এইরূপ জগদীশ্বর প্রসাদে গ্রাম কিঞ্চিৎ সুস্থ দৃষ্ট হইতেছে।

"কিন্তু ইহার দুরবস্থার একশেষ হইয়া গিয়াছে। ইহার অট্টালিকা সকল পরিত্যক্ত হইয়াছে, ইহার গৃহ সমূহ শৃগাল কুক্কুরের আবাস
হইয়াছে। রাজপথ বনাকীর্ণ হইয়াছে। হাট বাজা
লোক শূন্য ও উৎসবাদি আমোদ শূন্য হই
ছে। এই প্রাচীন নিবিড় বসতি পূর্ণ, ব
সমাকীর্ণ জনপদ বৃহৎ এক জঙ্গলের সদৃশ
হইয়া আছে। সন্ধ্যার পর ইহার রাস্তাঘাটে
লোক যাতায়াত করে না। কিন্তু সন ১২৬৩
অবধি সন ১২৬৬ সাল পর্য্যন্ত চারি বৎসর
ভাবে গত হইয়াছে তদপেক্ষা ক্রমে ভাল
হইতেছে। ঐ ৪ বৎসরে গ্রামের ত্রি
সহস্র সংখ্যা নিবাসীর মধ্যে অষ্টাদশ সহস্র
কালের করালে পতিত হইয়াছেন। অনু
পঞ্চ সহস্র লোক স্থানান্তরিত হইয়াছেন। অব
শিষ্ট দশ সহস্র ব্যক্তি প্রায়ই রোগে
করিতেছেন, অনেকে আরো ইহাঁদিগের শরীর
হইয়াছে চিকিৎসার ব্যয়ে ও আহার
ইহাঁরা নির্ধন হইয়া গিয়াছেন; অনেকে
পক্ষে জীবিকা নির্ব্বাহ করা দুঃসাধ্য হইয়াছে

"এই ভয়ানক দুরবস্থার প্রতীকার
উদ্দেশে এই সভা হইয়াছে। আমরা এক
কেবল আপন আপন লইয়া ব্যস্ত
কাল আর অতিপাত করা অনুচি
আমাদিগের সম্মুখে প্রায় জীবিত ব্যক্তি
ক্রমশ দারিদ্র্য নিবন্ধ অন্ন ভোগ করিতে
এবং আমাদিগের পূর্ব্ব সুখের স্থান ক্রমে
রণ্যে পরিবর্ত্তিত হইতেছে। এই দুরবস্থার প্র
কারার্থে আমরা সম্মুখে দুটি উপায় দেখি
তেছি। এক গ্রামের জঙ্গল পরিষ্কার করা ও
স্থায়ী একটী ঔষধালয় স্থাপিত করা। ইহা
বিষয়ই গুরুতর ও নিতান্ত প্রয়োজন। এবং
দুই বিষয়েই আমাদিগের দয়ালু গবর্ণমেণ্টে
সাহায্য আবশ্যক। সকলে যত্নবান হইয়া
মেণ্টের নিকটে প্রার্থনা করিলে আমাদিগ
প্রার্থনা নিষ্ফল হইবেক না। সম্প্রতি প্র
সফলার্থে আমাদিগের বিশেষ মনোযোগী হও
হইবেক।

"জঙ্গল ও পঙ্কিল দুর্গন্ধ বারিপূর্ণ
সমস্ত পরিষ্কার করা যদিও অগ্রে কার্য্য।
তাহা গবর্ণমেণ্টের সাহায্য ব্যতিরেকে একে
বোধ হইতে পারিবে না। বিশেষতঃ তাহা
ব্যয় সাধ্য। একটী ঔষধালয় স্থাপ
ন্যায় তাহা সুলভ নহে। ফলতঃ একটী ঔষ
জন্য নিতান্ত আবশ্যক হইয়া উঠিয়াছে।
মঙ্গলকর কার্য্যে সাধারণের উৎসাহ আবশ
দেশ বিদেশের ধনিগণের সাহায্য
প্রয়োজন। নতুবা আমাদিগের গ্রাম হই
তৎসংক্রান্ত ব্যয় নির্ব্বাহ করা সুসাধ্য

…স্থল আমরা এই উপাস্থিত প্রস্তাব নিস্পন্ন …ক হয়য়া… হইল।

…সভা সমাপ্তির পর উক্ত প্রদেশের …ত্তা স্থানীয় সভার মেম্বর নিযুক্ত হইলেন …তৎপরে এক এক ব্যক্তির প্রস্তাবে, এক এক …ক্তির পোষকতায় সম্মতিক্রমে জন্য নিয়ম …ম সকল অবধারিত হইল।

১। এই সভার কার্য্য বিবরণ একটী বিজ্ঞা… …সহকারে মুদ্রিত করা যায় এবং তাহার সঙ্গে …কাগজ … বিদেশে প্রেরিত হয়।

২। চাঁদা সংগ্রহ জন্য নিম্নের লিখিত …গণ স্থানে স্থানে কর্ম্মচারী নিযুক্ত হন।

শ্রীযুক্ত বাবু তারানাথ মুখোপাধ্যায় প্রভৃতি উলা
…শ্যামলাল মিত্র প্রভৃতি কলিকাতা প্রভৃতি স্থানে
…চন্দ্রশেখর বসু প্রভৃতি বর্দ্ধমানাদি স্থানে
…চন্দ্রকুমার মিত্র প্রভৃতি যশোহরাদি প্রদেশে
…রামনৃসিংহ মুখোপাধ্যায় প্রভৃতি মুরশীদাবাদ প্রদেশে
…রামচন্দ্র মুখোপাধ্যায় কৃষ্ণনগরাদি প্রদেশে

৩। উক্ত কর্ম্মচারিগণ যে টাকা সংগ্রহ …বেন তাহা মাসে মাসে কলিকাতাস্থিত কর্ম্ম…দির নিকট পাঠাইবেন।

৪। কলিকাতাস্থিত কর্ম্মচারী ঐ টাকা কোন …ক্তে জমা করিয়া দিয়া আবশ্যকমতে সভাগ… অনুমতি ক্রমে টাকা বাহির করিবেন।

৫। অদ্যকার কার্য্য সংক্রান্ত বিবরণ মুদ্রিত …লে পর তাহার একখণ্ড শান্তিপুরের শ্রীযুক্ত …পুটী মাজিষ্ট্রেট মহাশয়ের নিকট পাঠান …।

এই পর্য্যন্ত অবধারিত হইয়া রাত্রি ৮ ঘটিকার …য়ে সভা ভঙ্গ হইল।

বর্দ্ধমান } পথিক।
…১৩ পৌষ ১২৬৯ }

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয়সমীপেষু

…গত ২৯এ পৌষের সোমপ্রকাশ… …নিবাসি মহামহোপাধ্যায় স্মার্ত্ত অধ্যা… শ্রীযুক্ত চন্দ্রকুমার তর্কবাগীশ ভট্টাচার্য্য ম…য় গত ৮ই পৌষের সোমপ্রকাশে প্রকাশিত …মার প্রশ্নের এইরূপ মীমাংসা করিয়াছেন যে …ঋতুর পূর্ব্বকাল পর্য্যন্ত বিবাহ কাল বলিয়া …গত করিলে শাস্ত্র প্রায় দুষ্ট হয় না বটে, …প্রাচীন গ্রন্থকারগণের ও স্মার্ত্ত ভট্টাচার্য্যে…ষ্ট অভিপ্রায় এই যে, ঐ সমুদায় কালের …কেবল অষ্টম, নবম ও দশম বর্ষই কন্যার …কের মুখ্য কাল, তদ্ভিন্ন বাল্য ঋতুর পূর্ব্বপর্য্যন্ত যে কাল সে গৌণ কাল।

তর্কবাগীশ মহাশয়ের … যুক্তি অনুসারে যদি অষ্টম, নবম … কন্যার বিবাহের মুখ্য কাল হইল তবে তদনুসারে এইরূপ স্থির সিদ্ধান্ত প্রাপ্ত হওয়া যাইতেছে যে, তিন বৎসর পর্য্যন্ত চূড়ার মুখ্য কাল তৎপরে তাহার গৌণ কাল, ও তিন বৎসরের পর … বৎসর পর্য্যন্ত বাগ্দানের মুখ্য কাল তদ্ভিন্ন কাল তাহার গৌণ কাল। এবং অষ্টম, নবম ও দশম বৎসর কন্যার বিবাহের মুখ্যকাল তদ্ভিন্ন তাহার গৌণ কাল বিশেষতঃ লোকে কার্য্য… কর্ম্ম সকল গৌণ কালে করিয়াও থাকে এবং … দিলেও তাহা অসিদ্ধ হয় না বটে, কিন্তু মুখ্য কালে করাই প্রশস্ত। তর্কবাগীশ মহাশয়ের … অপক্ষপাতী যথার্থ শাস্ত্রীয় সিদ্ধান্তে আমার সম্পূর্ণ সন্তোষ জন্মিয়াছে, অতএব তদ্বিষয়ে আর কোন প্রশ্ন নাই।

এক্ষণে গত ১লা পৌষের সোমপ্রকাশে [১] তিনি যে লিখিয়াছেন, কৃতদারের বিবাহ যদি নিষিদ্ধ হইত, তাহা হইলে তৃতীয় চতুর্থ বার বিবাহ বিধায়ক মুনি বচন সকল অসঙ্গত হইত (১) এই বিষয়ে আমার … প্রশ্ন আছে তাহা … করিতেছি, তর্কবাগীশ মহাশয় কৃপা পূর্ব্বক উত্তর প্রদানে অনুগ্রহ করুন।

আমি কৃতদারের কন্যার বাগ্দান নিষেধক যে মনুবচন প্রমাণ দিয়াছি, স্মৃতি শাস্ত্রে উক্ত … অন্যান্য বচনে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বার বিবাহের বিধি দৃষ্ট হওয়াতে ও অনেক স্থলে … পাত্রে কন্যাদান প্রথা প্রচলিত থাকাতে, মনুর ঐ নিষেধ বচনটী … অপ্রশস্ত পর বলা যাইতে পারে কি না?।

শ্রীআনন্দচন্দ্র বেদান্ত বাগীশ

৪ ঠা মাঘ শুক্রবার ১৭৮৪।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক
মহাশয়েষু

"হুতাশবাদে হি বিশুদ্ধ চেতসো
নকস্য চেতো ন ভবেত নীদনম্, [illegible]
বিশুদ্ধপ্রকৃতকে বিভাকরে
বিতত্তিমানলমানিয়ং জগৎ॥"
অনুদিবস হইল এক্ কেন গেজেটে শ্রীকে… …চন্দ্র চক্রবর্ত্তী … কর্ত্তৃক একখানি প্রেরিত পত্র প্রকাশিত হইয়াছে। উহাতে কেশব বাবু স্বীয় … [illegible] … পাবনার … [illegible] … পরিজনবর্গের … [illegible] … [illegible] … [illegible] … কিন্তু … [illegible] … একটী উপযুক্ত চিকিৎসক … [illegible] … [illegible] … অর্থ ব্যয় করিবেন। … [illegible] … দেখিয়া সাধারণের … আপন … বৎসর দুই হইল পুস্তক পাঠ … কিছু ঔষধ আনা… … তাঁহা … পাবনায় … নিকট হইতে কিছু ঔষধ আনাইয়া … কলিশ বাবু তন্মধ্যে কিছু … পাঠাইয়া দিয়াছেন। উহা এক্ষণে প্রস্তুত … উৎকৃষ্ট প্রাপ্তি, … সমধিক … ছিলেন। বোধ হয় অধিক মত্ততা … না বলিয়াই কেশব বাবু উক্ত প্রাপ্তি কৃত্রিম বিবেচনা করিয়া … বাবুর চরিত্রে … দোষ দিয়াছেন। … কলেজের বিষয় কেশব বাবু বিবেচনা করেন নাই যে, … কি … আবশ্যক হয়? মেডিকাল কালেজের … অপেক্ষা উত্তমরূপে অধ্যয়ন করিয়াছেন। … বাবু লিখিয়াছেন, যে … কোন এক জন ডাক্তার … পাওয়াইয়া ছিলেন, কিন্তু তাহার … কিছু হয় নাই। কি অনধিকার … কেশব বাবু কি … করিতে সমর্থ? তাঁহার কি … অধিকার আছে? ছি ছি … বাবুর নির্ম্মল চরিত্রে অযথার্থ দোষ দিয়া … মহাশয়! আমি … আবগত আছি যে … কতি বিশেষ। … হইতে … কোন … অনর্থ দোষ … উহাতে তাঁহার … স্বার্থ সাধন হই… … অযশ … ও … কষ্ট

(১) ১লা পৌষের সোমপ্রকাশের ৫৩ পৃষ্ঠার ২ স্তম্ভের নিম্ন ভাগে শ্রীযুক্ত চন্দ্রকুমার তর্কবাগীশের পত্রে লিখিত আছে, কৃতদারস্য বিবাহশ্চেৎ নিষিদ্ধ স্যাৎ ইত্যাদি।

[illegible] হইবেন। [illegible] এক দিন [illegible] পূর্ব্বক [illegible] সোমপ্রকাশ [illegible] করিবে।

[illegible]

ব্রাহ্মণ [illegible]

[illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহোদয়েষু।

মহাশয়! গবর্ণমেণ্টের প্রতি [illegible] ও স্কুলডিরেক্টর [illegible] নিকট [illegible] হইতেছে, [illegible] চৌধুরীদের [illegible] স্কুল" নামে একটি [illegible] বিদ্যালয় [illegible] করিয়া বিগত ১৮৬১ [illegible] জুলাই হইতে এ কাল পর্য্যন্ত [illegible] [illegible] হইয়া [illegible] বিদ্যাদান করিতেছি [illegible] টাকা মাসিক দান [illegible] গবর্ণমেণ্টে প্রার্থনা করে, [illegible] গবর্ণমেণ্ট গত ২৭এ [illegible] দিবসে এক পত্র দ্বারা আমাদিগের [illegible] পূর্ণ করিবার অভিপ্রায় প্রকাশ করিয়াছেন। এক্ষণে বিদ্যালয় যেরূপ গৃহে রহিয়াছে তা [illegible] অতিশয় অস্বাস্থ্যকর, অতএব [illegible] গৃহনির্ম্মাণ বিষয়ে কিছু সাহায্য করিলে আমরা গবর্ণমেণ্টের [illegible] চির বাধিত হইব।

মহাশয় [illegible] সকল অদ্যাপিও [illegible] হইল। [illegible] পীড়ার প্রাবল্য [illegible] ঔষধালয় [illegible] একটি ঔষধালয় [illegible] দেশ এই দুর্ব্বিসহ [illegible] হইতে মুক্ত হয়। [illegible] করিতে হইবে [illegible] প্রায় দুই মাস হইল [illegible] মুসলমান [illegible] প্রাম [illegible] একটি [illegible]

উত্তরপ্রামস্থ [illegible] সংস্কারের সম্ভাবনা নাই (১)

২ পৌষ কাশিমপুর ইস্কুল	শ্রীকালীনাথ গুহস্য

মূল্য প্রাপ্তি।

শ্রীমতী বা [illegible] দেবী পাবনা
১২৬৯ পৌষ হইতে ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত ৫টাকা
শ্রীযুক্ত সফাতুল্লা [illegible] জগদীশপোতা
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত ১০
শ্রীযুক্ত বাবু [illegible] চৌধুরী [illegible]
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত ১০
" " মতিলাল ভট্টাচার্য্য
[illegible] খিদিরপুর
১২৬৯ পৌষ হইতে ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত ৫
" " [illegible]চন্দ্র চক্রবর্ত্তি [illegible]পুকুর
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত ৫
" " গোপালচন্দ্র সেন চোরবাগান
১২৬৯ মাঘ হইতে আষাঢ় পর্য্যন্ত ৫
" " মহেশচন্দ্র মিত্র [illegible]
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত ৫
" " ত্রৈলোক্যনাথ দে বহরমপুর
১২৬৯ অগ্রহায়ণ হইতে বৈশাখ পর্য্যন্ত ৫
" " উমাচরণ গঙ্গোপাধ্যায় বহরমপুর
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত ৫
" " শ্যামধন মুখোপাধ্যায় বহরমপুর
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ৫
" " গণপতি ঘোষাল বহরমপুর
১২৬৯ অগ্রহায়ণ ৭০ বৈশাখ পর্য্যন্ত ৫
" নবলাল খাঁ জমীদার নাড়াজোল
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ৫
" " [illegible] কালী রায় বহরমপুর
১২৬৯ আশ্বিন হইতে ফাল্গুন পর্য্যন্ত ৫
" " গোপালকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় মেহেরপুর
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত ১০
" " [illegible]হর মুখোপাধ্যায়
[illegible] আডিটর আফিস
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত ৫
" " [illegible] আলেক জাণ্ডার ডঁফ সাহেব বর্দ্ধমান
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত ১০
" " ব্রজমোহন মল্লিক হুগলি
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত ১০
" গোসাঞি পাল [illegible]
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত [illegible]
" " অভয়াদাস বসু [illegible]
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত [illegible]
" " শ্রীনাথ মিত্র [illegible]
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত [illegible]

(১) আড্ডার ভাগ পরিত্যক্ত হইল। স।

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটি বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে মফস্বলে সোমপ্রকাশ প্রেরণ করা যায় না।

ইহার অগ্রিম মূল্য বার্ষিক ১০ এবং [illegible]সিক ৫॥ টাকা, ছয় মাসের ন্যূনে লওয়া যায় [illegible]

যাঁহারা সোমপ্রকাশের মূল্য [illegible] পাঠান তাঁহারা এক অথবা আধ আনার [illegible] মূল্যের ও রসীদের টিকিট না প্রেরণ করেন [illegible]

যখন যিনি মফস্বল হইতে সোমপ্রকাশের মূল্য পাঠাইবেন তাহা যেন রেজিষ্টরি করেন।

পূর্ব্বপ্রদত্ত মূল্যের কাল অতীত হইলে [illegible] না পাঠাইতে কেহ যেন অসন্তুষ্ট [illegible] করেন।

যাঁহাদিগের মূল্য দিবার সময় অতীত [illegible] যাইবে, সপ্তাহ [illegible] প্রতীক্ষা [illegible] প্রথমে চিঠি লিখিয়া জানান হইবে, যদি [illegible] তাতে কোন [illegible] অথবা মূল্য না পাওয়া [illegible] কাগজ বন্ধ হইবে। মূল্যের নিমিত্ত চিঠি [illegible] বিং পাঠান হইবে। কলিকাতা সংস্কৃত [illegible] লেজে আমাদিগের নামে চিঠি আইলে [illegible] শীঘ্র পাইব।

যাঁহার যখন সোমপ্রকাশ পরিত্যাগ ক[illegible] ইচ্ছা হইবে চিঠি লিখিয়া না জা[illegible] তাহা গ্রাহ্য করা যাইবে না।

কেহ সোমপ্রকাশে বিজ্ঞাপন দিতে [illegible] করিলে তাঁহাকে প্রথম বার প্রতি পংক্তি [illegible] আনা দ্বিতীয় ও তৃতীয় বার /১০ আনা [illegible] দিতে হইবে তাহার পর /০ আনা [illegible] লওয়া যাইবে।

মফস্বলের যাঁহারা সমর্থ হইবেন, তাঁ[illegible]দিগের স্বতন্ত্র ডাকমাশুল দিতে হইবে।

এই পত্র কলিকাতার পূর্ব্ব বাঙ্গলা রেলওয়ের [illegible] রাজপুর ষ্টেশনের দক্ষিণ চাঙ্গড়িপোতায় শ্রীদ্বারক[illegible] বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার প্রকাশিত [illegible]

সোমপ্রকাশ

প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং

৫ ভাগ।
১০ সংখ্যা।

সন ১২৬৯। ২১এ মাঘ। ইং ১৮৬৩। ২ ফেব্রুয়ারি

[illegible]সিক মূল্য ১ টাকা [illegible]
[illegible] বার্ষিক অগ্রিম ১০ টাকা

সোমপ্রকাশ।

২১এ সোমবার।

আমরা গত বারে কোন কারণ বশতঃ সোমপ্রকাশের সমুদায় কার্য্য স্বচক্ষে দর্শন করিতে পারি নাই, কোন কোন বিষ- যে সহকারিদিগের উপরে ভারার্পণ [illegible] হইয়াছিল। তাঁহাদিগের [illegible] গত বারের সোমপ্রকাশের কতিপয় [illegible] হেয়ালিস্বরূপ হইয়া উঠিয়াছে। [illegible] তন্নিমিত্ত যার পর নাই দুঃখ [illegible] বোধ হয় পাঠকগণ আপনাদিগের [illegible] গুণে এ অপরাধ মার্জ্জনা করিবেন।

বোম্বাইয়ের রামচন্দ্র বালকৃষ্ণ [illegible] ণ্ডে গমন করিবার সঙ্কল্প [illegible] আমরা গতবারে এ সমাচার পাঠক [illegible] গোচর করিয়াছিলাম, [illegible] আত্মীয়ের নিকটে তাঁহার ইংলণ্ড [illegible] উদ্দেশ্যাদি শ্রবণ করিলাম। তিনি [illegible] মাসে ইংলণ্ডে যাত্রা করিবেন। বোম্বাই- য়ের কয়েক জন পারসী তাঁহাকে [illegible] করিয়া পাঠাইতেছেন। শুনা গেল, কলি- কাতার কোন কোন বণিকও তাঁহার [illegible] সাহ দানে উন্মুখ হইয়াছেন। [illegible] আনন্দের সম্বাদ। এদেশীয় লোকেরা যত দিন এই রূপ এজেন্ট ও প্রতিনিধি হইয়া ইউরোপ খণ্ডে গমন পূর্ব্বক কার্য্য নির্ব্বাহ না করিবেন, তত দিন এদেশের বাঞ্ছিত অভীষ্ট লাভ সম্ভাবনা নাই। আমরা এব- ম্বিধ বিষয়ের নিমিত্ত দেশীয় লোকদিগকে সর্ব্বদা উত্তেজনা করিয়া থাকি।

রামচন্দ্র বালকৃষ্ণ উপযুক্ত লোক। ভারতবর্ষের অবস্থা সংশোধন বিষয়ে তাঁ- হার সবিশেষ যত্ন আছে। তাঁহার অন্তঃক- রণ উদার। তিনি ইংলণ্ডে অবস্থান করি-

...কেবল বাণিজ্য বলিয়া ... ভারতবর্ষের অনেক বিষয়েই শ্রেয়োলাভ সম্ভাবনা আছে।

—•—

বাবু জয়কৃষ্ণ মুখোপাধ্যায়ের কারাবাস হইতে মুক্তি লাভের সম্বাদ শ্রবণ করিয়া আমরা যে মন হৃষ্ট হইয়াছিলাম, তেমনি আর একটী জনশ্রুতি শুনিয়া অনাহ্লাদিত হইলাম। শুনা গেল কারাবাস ও এখনও তাঁহার নিকৃষ্ট প্রবৃত্তির দমন কার্য্যে আচার্য্যতা করিয়া সম্পূর্ণরূপে কৃতকার্য্য হইতে পারে নাই; এখনও তিনি বৈরনির্য্যাতন প্রবৃত্তি পরিত্যাগ করিতে পারেন নাই; এখনও তিনি অসতের পরামর্শের বশবর্ত্তী হইয়া বিপক্ষগণকে ভয় প্রদর্শন করিতেছেন। যাহা হউক, এসম্বাদ যদি সত্য হয়, অত্যন্ত ক্ষোভের বিষয়। ক্ষোভের কারণ এই, জয়কৃষ্ণ বাবু কেবল মনুষ্য সমাজের কণ্টক স্বরূপ অকর্ম্মণ্য ও অপদার্থ নহেন। তাঁহাতে পদার্থ আছে। তাঁহার তুল্য অধ্যবসায়শীল চতুর ও দক্ষ লোক এদেশীয় জমীদারবর্গে অল্প দৃষ্ট হন। তিনি দেশহিতকর অনেক সৎক্রিয়ার অনুষ্ঠান করিয়াছেন। তাঁহার যদি দুই একটী প্রধান দোষ না থাকিত, তিনি এক জন মহাত্মা বলিয়া পরিগণিত হইতে পারিতেন সন্দেহ নাই। ঐ দোষ দুগ্ধকুণ্ডে বিন্দু মাত্র গোমূত্রের ন্যায় তাঁহার সমুদায় সৎক্রিয়ানুষ্ঠানকে বিফল করিয়া তুলিয়াছে।

শিবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় যে দ্বীপান্তরবাসী হইয়াছেন, তাহার নিমিত্ত আমরা অনুকালও কাতর হই না। কারণ তিনি কেবল মনুষ্য সমাজের কণ্টকস্বরূপ ছিলেন। কিন্তু যে সকল ব্যক্তি হইতে দেশের উপকার লাভের সম্ভাবনা আছে, তাঁহাদিগের দোষ দুর্নাম শ্রবণ করিলে অন্তঃকরণে অতিশয় ব্যথা জন্মে। আমরা মধ্যে এক দিবস শ্রবণ করিলাম, বাবু কালীপ্রসন্ন সিংহের চিৎপুরের বাগানে এক ব্যক্তি মদ্যে নেশা হয় না বলিয়া তাহাতে মরফিয়া (অহিফেনসার) মিশ্রিত করিয়া খাইয়া প্রাণত্যাগ করিয়াছে। তৎসংক্রান্ত এইরূপ একটী ভয়ঙ্কর জনরবও উঠিয়াছিল যে কালীপ্রসন্ন বাবু রঙ্গ দেখিবার নিমিত্ত মদে মরফিয়া মিশাইয়া দিয়াছিলেন। যাহা হউক, এই সম্বাদ শ্রুতিগোচর হইবামাত্র আমাদিগের অন্তঃকরণ যৎপরোনাস্তি পরিতাপিত হইল। পরিতাপের কারণ এই, কালীপ্রসন্ন বাবু হইতে বঙ্গদেশের অনেকবিধ উপকার দর্শিতেছে, তাঁহার আলয়ে একপ একটী অনর্থকর কুৎসিত ঘটনা হওয়া শান্তি রক্ষকের তাঁহার প্রতি সন্দেহ করাতে তাঁহার বিপদ ঘটিবার সম্ভাবনাও হইয়াছিল। যাহা আহ্লাদের বিষয় এই যে তিনি নির্দোষী হইয়াছেন।

যাহা হউক, অদ্য এবিষয়ের প্রসঙ্গ করিবার তাৎপর্য্য এই, এদেশের ভাগ্যবানদিগের অনেকের অসৎসংসর্গ প্রভাবে অনেক দোষ ও অপবাদ ঘটিয়া থাকে। তাঁহাদিগের কর্ত্তব্য তাঁহারা সে সংসর্গ পরিত্যাগ করিয়া সংযতেন্দ্রিয় হন এবং শ্রীবৃদ্ধি সাধন সৎক্রিয়ার অনুষ্ঠান করিয়া দেশের মুখ উজ্জ্বল করেন। আমাদিগের অন্তঃকরণ তাঁহাদিগের প্রশংসাবাদ শ্রবণেই সমধিক উৎসুক, নিন্দাবাদ শ্রবণে নহে।

•

কলিকাতার কয়েক জন ব্রাহ্মই যে কেবল মত্ততার ভাব দেখাইতেছেন একপ নয়, আর এক দল ক্ষেপিয়াছেন। কয়েক জন সুবর্ণবণিক যজ্ঞোপবীত ধারণ করিয়া বৈশ্য হইবার চেষ্টা পাইতেছেন। অনেক দিন অবধি এ বিষয়ের গোলযোগ আরম্ভ হইয়াছে। তৎসংক্রান্ত একটী ব্যবস্থাও প্রকটিত হইয়াছে। এই সপ্তাহে আমাদিগের এক আত্মীয় এক খানি ব্যবস্থা পত্র আমাদিগের হস্তে আনিয়া দিলেন। তাঁহার মানস এই, আমরা এই বিষয় ক... কিছু আন্দোলন ও বিচার করি; ... সুবর্ণবণিকেরা যজ্ঞোপবীত ধারণ করি... জগতের যে কি ইষ্টলাভ হইবে কিছু স্থির করিয়া উঠিতে পারিলাম না, সুতরাং এবিষয়ের বিচারে প্রবৃত্তি জন্মিল না। ... অনুরোধকারী আত্মীয়ের প্রতি আমাদিগের বক্তব্য এই, অনেক জুটিয়াছে, আমাদি... কে এই সঙ্গে ফেলিয়া আর দল ভা... করিবার প্রয়োজন নাই। এই প্রস্তাব লিখিতে লিখিতে আমাদিগের একটী ...বনা উপস্থিত হইল, যে কালে যে বিষয়ের সবিশেষ প্রাদুর্ভাব হয়, সে কালের এ... একটী বিশেষ বিশেষ নাম হইয়া থাকে। যথা— "সত্য, ত্রেতা, দ্বাপর ক... ইং... দি ইংরাজী ভাষায় গোল্ডেন এ... আইরন এজ প্রভৃতি আছে, কলিকাতা... এই বর্ত্তমান অবস্থানুরূপ তেমন এক... কি নাম দেওয়া যায়। আমরা পাঠকগণের উপরেই সেই নামটী মনোনীত করিবার ভার অর্পণ করিলাম। আমাদিগের মা... যে নামটী উদিত হইয়াছে, আমরা তা... ব্যক্ত করিতে সাহসী হইলাম না।

•••••

সর চার্লস ট্রিবিলিয়নকে অভিনন্দন পত্র দান।

কমস চেম্বরের সভাপতি জে. এন বুলেন সাহেব প্রভৃতি বণিকসম্প্রদায়ের প্রতিনিধি হইয়া ১০ই মাঘ শনিবার এবং জাতীয় বর্ষীয় সভার সভাপতি রাজা রাধাকান্ত দেব বাহাদুর প্রভৃতি এতদ্দেশীয়দিগের প্রতিনিধিস্বরূপ হইয়া ১৩ ই মঙ্গলবার সর চার্লস ট্রিবিলিয়নকে সম্ভাষণ করিয়া এক এক অভিনন্দন পত্র দান করিয়াছেন। উভয়বিধ অভিনন্দন পত্র অনুবাদিত হইয়া স্থানান্তরে প্রকটিত হইল।

সর চার্লস ট্রিবিলিয়ান উভয়ের যথাযথ উত্তর দান করিয়া অভিনন্দন প্রদাতৃগণের সম্মান বর্দ্ধন করিয়াছেন। উভয় পত্রই অভিনন্দন কর্ত্তা ও উত্তরদাতা ...

রই যোগ্য ও উৎকৃষ্ট হইয়াছে। পঁচিশ ৎসরেরও অধিক হইবে সর চারলস ট্রিবিলিয়াম সিবিলিয়ান পদে প্রতিষ্ঠিত হইয়া দেশে আগমন করিয়াছিলেন। তৎকালে জা রাধাকান্তদেব ও কালীকৃষ্ণদেব বাহাদুরের সহিত তাঁহার আলাপ ছিল। বহুকাল পর পরস্পর সাক্ষাৎকার লাভ হওয়া সেই পূর্ব ভাব স্মৃতিপথে আরূঢ় হয়। বহুক্ষণ পরস্পর আলাপ সুখ অনুভব রিয়া প্রীতি লাভ করেন। এদেশের তি চারলস ট্রিবিলিয়ানের যে অকট স্নেহ আছে, তাহা এই আলাপক্রিয়া তিনি [illegible]নন্দন পত্রের যে উত্তর ন করেন তদ্দ্বারা সুস্পষ্ট প্রতীয়মান ইতেছে।

সর চারলস ট্রিবিলিয়ান এদেশে আমন করাতে অভিনন্দন পত্রদাতৃগণ কেল যে অকৃত্রিম আহ্লাদ প্রকাশ করিয়াছেন এরূপ নয়, তাঁহা হইতে ভারতবর্ষের শেষতঃ স্ব স্ব সম্প্রদায়ের মহাভীষ্ট লাভের যে সম্পূর্ণ আশা আছে, তাও প্রকাশ করা হইয়াছে। কাহার কি ঙ্ক্ষিত বিষয়, অভিনন্দন পত্র পাঠ কলে তৎপরিচয় লাভ দুরূহ হয় না। ণিজ্য দ্রব্যের কর কমিয়া যায় এবং ও ঘাট প্রভৃতি সুন্দররূপ হইয়া উহার বিশেষ উন্নতি হয়, ইহাই বণিক সম্প্রদায়ের প্রধান প্রার্থিত বিষয়। ভারতবর্ষীয় ভা এদেশের প্রতিনিধি; ইনকম টাক্স দেশীয়দিগের বিষম বিদ্বিষ্ট পদার্থ; ঐ ক্সটী রহিত হয়, ইহা যে ঐ সভার প্রতিনিধিগণের প্রধান প্রার্থনীয় হইবে কথা বলা বাহুল্য।

চারলস ট্রিবিলিয়ান হইতে উভয়বিধ অভিনন্দন পত্রদাতৃগণেরই যে মনোরথ পূর্ণ হইবে তাহার বিলক্ষণ লক্ষণ দেখা যাইতেছে। তিনি কলিকাতায় পদার্পণ করিয়া বধি সুস্থির নহেন, বিশেষ বিশেষ যালয় দর্শন করিতেছেন। কষ্টম হৌস ও ইনকম্ টাক্স আফিস উভয় স্থলেই তাঁহার তুল্যরূপে দৃষ্টি নিপতিত হইয়াছে। তিনি ত স্বয়ংই ইনকম টাক্সের প্রতিবাদী, অতএব তাঁহার যে তদুন্মূলন চেষ্টা জন্মিবে, তাহা কিছু বিচিত্র নহে, বাণিজ্য দ্রব্যকে করগ্রহ হইতে মুক্ত করাও তাঁহার অভিপ্রেত। তিনি ভারতবর্ষীয় সভায় প্রদত্ত অভিনন্দন পত্রের উত্তর দান কালে স্পষ্টাক্ষরেই কহিয়াছেন, অন্য সম্প্রদায় শ্রেণীর বিষয় তিনি তুল্য রূপে দর্শন করিবেন।

যে উপায় দ্বারা এতদ্বিষয়িণী অভীষ্ট সিদ্ধির সম্ভাবনা আছে, জনরবে শুনা যাইতেছে, তিনি তদবলম্বন চেষ্টায় উদাসীন নহেন। মান্দ্রাজে জনরব উঠিয়াছে, সৈন্য কমাইয়া দেওয়া হইবে, এখানেও অনেকে কর্ণাকর্ণি করিতেছেন যে সিবিলিয়ানদিগের বেতন কমাইয়া দেওয়া হইবে। আয় পরিত্যাগ চেষ্টা করিতে গেলে ব্যয় সংক্ষেপ ব্যতিরেকে তদ্বিষয়ে কৃতার্থতা লাভের সম্ভাবনা কি? প্রয়োজনাতিরিক্ত সৈন্য ও সিবিলিয়ানদিগের মোটা বেতনই ভারতবর্ষীয় কোষগৃহ শুষ্ক ও শূন্য করিতেছে। আমরা বরাবর সৈন্য সংক্রান্ত অনাবশ্যক ও অসঙ্গত ব্যয়ের বিষয়ের প্রতিবাদ করিয়া আসিতেছি। চারলস ট্রিবিলিয়ান যদি পবলিকওয়ার্কের বিশেষতঃ রেলওয়ের ডাকাইতদিগের বিষয়ে কিছু মনোযোগ করেন, অনেক ব্যয় সংক্ষেপ করিয়া আনিতে পারিবেন।

হিলির মকদ্দমা, সাক্ষির জবান
বন্দী ও বিচার।

১৪ই মাঘ সোমবার হিলির বিচার আরম্ভ হয়। যাবতীয় পেটিজুরি, বিস্তর দর্শক ও অন্য অন্য লোক উপস্থিত ছিলেন। বেলা ১১ ঘটিকার পর বিচারপতি সর চারলস জাক্‌সন আসন পরিগ্রহ করিলে ক্লার্ক হিলির অপরাধবৃত্তান্ত পাঠ করিলেন। ইংলণ্ডেশ্বরী বাদিনী, হিলি প্রতিবাদী। ইংলণ্ডেশ্বরীর পক্ষ উকীল আডবোকেট জেনেরল ও প্রেহাম সাহেব। প্রতিবাদীর পক্ষ উকীল ভাইন ও পাল সাহেব। বাদীর উকীল আডবোকেট জেনেরল কাউই সাহেব প্রথমে [illegible] বক্তৃতা করিলেনঃ—

জুরি মহাপুরুষগণ! আমি আপনাদিগকে যে মকদ্দমার বিচার করিতে অনুরোধ করিতেছি, তাহা অতি গুরুতর। সাধারণ বিষয়ে যে কোন বৈলক্ষণ্য থাকুক না কেন এবং সংবাদ পত্রাদিতে যে কিছু বলা হউক না কেন, আমি প্রার্থনা করি আপনারা যথার্থ প্রমাণ গ্রহণ করিয়া নিরপেক্ষ রূপে আত্মমত প্রকাশ করিবেন। [illegible] বিষয়ে আপনাদিগের বিচার্য এই—ঐ ব্যক্তি রুহিমুল্লাকে বধ করিয়াছে কি না? ১৮৬১ অব্দের ২৩এ নবেম্বর [illegible] রাত্রিতে কতকগুলি লোক এক [illegible] হইয়া বড়াখালি গ্রাম আক্রমণ করে। আক্রমণকারিদিগের বিশ ত্রিশ জনের হস্তে বন্দুক ছিল। তাহারা প্রথমে এক বার গুলি [illegible] রাতে দুই তিন জন আহত হয়। রুহিমুল্লাও ঐ সময়ে আহত হয়। সে আহত হইয়া (সাক্ষিরা যেমন বলিয়াছে আমি কেবল তদনুসারে বলিতেছি) আগম অন্তঃপুরে গমন করে। তথায় তাহার বক্ষঃস্থলে এক গুলি লাগাতে তাহার মৃত্যু হয়, পরে তাহার মৃত দেহ এক নৌকাতে করিয়া স্থানান্তরে লইয়া যাওয়া হয়। তাহার মৃত দেহ অদ্যাপিও পাওয়া যায় নাই। অতএব প্রথমে এই প্রশ্ন হইতেছে সে যথার্থ প্রাণত্যাগ করিয়াছে কি না? কিন্তু তাহার এক জন নিকট আত্মীয় বলে বন্দুকের গুলি লাগিয়া তাহার মৃত্যু হইয়াছে, এক জন ইউরোপীয় তাহাকে বধ করিয়াছে ইহাও সাক্ষিরা বলিয়াছে কিন্তু সেই ব্যক্তি হিলি কি না তাহা বিবেচনা করিতে হইবে। গবর্ণমেণ্ট তাহাকে হত্যাকারী

বলিয়া কেবল অপরাধী করিতেছেন। সে সে আক্রমণের সময় ছিল, এবং অন্যকে হত্যা ও লুঠ প্রভৃতিতে প্রবৃত্তি দেয়, এ বিষয়ে গবর্ণমেণ্ট বাদী নহেন। অতএব আপনারা যদি দেখেন সে নিজে হত্যা করিয়াছে, তবে তাহাকে দোষী বলিবেন, নচেৎ একেকালে মুক্ত করিবার অনুরোধ করিবেন।

কাউই সাহেব তৎপরে লুঠ প্রভৃতির বিষয় উল্লেখ করিলেন কিন্তু স্পষ্ট বাক্যে হিলির প্রতি কোন দোষারোপ করিলেন না। পরিশেষে বলিলেন হিলি মুক্ত হইলে তিনি সন্তুষ্ট হইবেন। আরো তিনি এ কথাও বলিলেন সাক্ষিদিগের বাক্যে বহু বৈলক্ষণ্য আছে এবং সাক্ষিদিগের সকলে হিলিকে স্পষ্ট হত্যাকারী প্রমাণ করিতে পারে নাই। তৎপরে নিম্ন লিখিত সাক্ষিদিগের জবানবন্দী হইল।

হিলির ভগিনীপতি ক্রান্সিস বিষার বলিলেন হিলি এই দেশে জন্মিয়াছে, তাহার মাতা পিতা উভয়ে আয়রলণ্ডের লোক, আগামী এপ্রেলে তাহার ২১ বৎসর বয়স পূর্ণ হইবে। পরে এক জন এতদ্দেশীয় সাক্ষী বলিল গত বৎসর ১২ই অথবা ১৩ই অগ্রহায়ণে যে দাঙ্গা হয়, তাহাতে রহিমুল্লার পায়ে প্রথমে গুলি লাগে, পরে সে বাটীর ভিতর পলায়ন করিলে বাহিরের দ্বার হইতে হিলি স্বহস্তে তাহার বক্ষঃস্থলে গুলি করে। তাহাতে তাহার মৃত্যু হয় এই সেই হিলি তাহার সন্দেহ নাই। সে তখন শ্বেতবস্ত্র পরিধান করিয়াছিল। জুরি সাহেবের প্রশ্নানুসারে সে বলিল হিলি শরীরে রক্ত দেখে নাই এবং সে তাহার হাতেও রক্ত মাখা দেখে নাই।

অপর সাক্ষী নসিরুদ্দিও ঐ প্রকার সাক্ষ্য দিয়া হিলিকে যথার্থ হত্যাকারী বলিয়া নির্দ্দেশ করিল। সে দাঙ্গার সময় রহিমুল্লার নিকটে দণ্ডায়মান ছিল। আর ও পূর্ব্ব সাক্ষীর ন্যায় স্পষ্টোক্তি ধারে বলিল, সে মরেলসাহেবের কয়েক জন লাঠিয়াল ও সিপাহীকে দর্শন করিয়াছিল। আর একজন সাক্ষীও এরূপ শপথ পূর্ব্বক হিলিকে হত্যাকারী বলিয়া নির্দ্দেশ করিল এবং হিলিকে চিনিয়া দিল। তমী বলিল, আমি রহিমুল্লার বাটীতে থাকিতাম। হিলি স্বহস্তে রহিমুল্লাকে বধ করে, পরে তাহার মৃত দেহ ও আমাকে এক নৌকায় লইয়া যায়। হিলি প্রথমে সেই নৌকায় ছিল। হিলি যাবতীয় দস্যুকে লুঠ ও বধ করিতে উৎসাহ দেয়। বডুও ঐ প্রকার সাক্ষ্য দিল। রহিমুল্লার স্ত্রী কলপা বিবি বলিল, আক্রমণকারিরা বাটীর নিকটে আসিলে রহিমুল্লা গবর্ণমেণ্ট ও ইংলণ্ডেশ্বরীর দোহাই দিয়া হিলিকে বলিল "আমাকে যেখানে ইচ্ছা লইয়া চল কিন্তু আমাকে প্রাণে নষ্ট করিও না, আমার অনেক পোষ্য পরিবার আছে, আর যদিও আমাকে বধ করা তোমাদিগের একান্ত ইচ্ছা হইয়া থাকে, দোহাই ঈশ্বরের আমার পরিবারের স্ত্রীলোকদিগের কোন প্রকারে অপমান করিও না।" হিলি স্বহস্তে রহিমুল্লাকে গুলি করে। পশ্চাৎ তাহার আজ্ঞানুসারে আমাকে ও মৃত ব্যক্তির দেহ অন্য অন্য ব্যক্তির সহিত লইয়া যাওয়া হয়। রহিমুল্লার একটি পুত্র ও কয়েকটি স্ত্রীলোক গুলি দ্বারা আহত হয়। কোন প্রকারে হিলির লোকেরা বিমল শ্রবণ করে নাই। সে সময়ে আমি এমনি ভীত হইয়াছিলাম যে হিলির কি প্রকার বস্ত্র তাহা দর্শন করি নাই।

জোবি বিবিও ঐ প্রকার বলিল। সে হিলিকে চিনিতে পারেনা, কিন্তু নিশ্চয় রূপে বলিল এক জন টুপীওয়ালা তথায় উপস্থিত ছিল। সেখচাঁদও ঐ রূপ বলিল। বিশেষের মধ্যে এই বলিল যে হিলির মুখের কিয়দংশ সে দেখিয়াছে, এবং সে যে মরেলের সুপরিণ্টেণ্ডেণ্ট তদ্বিষয়ে কোন সন্দেহ নাই।

সাউদ্দি বলিল, সে হিলিকে স্বহস্তে গুলি করিতে দেখে নাই, কিন্তু নিশ্চয় রিয়া একথাও বলিতে পারে না যে হি হইতে একার্য্য হয় নাই। ডেপুটি মা ষ্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলিলে আমি গত বৎসরের অগ্রহায়ণ মাসে ব খালির দাঙ্গার কথা শ্রবণ করিয়া তথ গমন করিয়াছিলাম। তিন জন সাক্ষী জবানবন্দি লই, তাহার মধ্যে এক জ মৃত প্রায় ছিল। ১২ই ডিসেম্বর কুলিয়ার হিলির সহিত আমার সাক্ষাৎ হয়। ম লের কয়েক জন প্রজার উপর সন্দেহ ওয়াতে আমি হিলিকে তাহাদিগকে ধরি দিতে বলি। হিলি বলিলেন তাহা নির্দ্দোষী। হিলির নাম জিজ্ঞাসা করাতে তিনি তাহা বলিলেন না। মরেলের বাট ভিতর হইতে দুই ব্যক্তিকে বাহির ক হয়। ৬ই ডিসেম্বর হিলিকে গ্রেপ্তার ক বার পরয়ানা দিয়াছিলাম। হিলির এ জন বন্ধু গত জুলাই মাসে বলেন যাহা হিলি বলিয়া ধৃত করা হইয়াছে সে বস্ত হিলি নহে। হিলি যে হত্যাকারী একথা নেক ব্যক্তি তাঁহার নিকটে বলিয়াছে।

পুলিষ জমাদার দীনবন্ধু সিংহ ব ল, আমি হিলিকে স্বচক্ষে দাঙ্গাস্থলে র্শন করিয়াছি। তাহার পর সে হিলিকে চিনিয়া দিল। কুদরৎ চৌকিদারও ঐক বলিল। হেনেরি লুই মিচেল হিলিকে আমাকে ধৃত করেন। যখন সে ধৃ হয়, তখন সে প্রথমে ক্রন্দন করি উঠিয়াছিল। শেষে সে আপনাকে হি বলিয়া পরিচয় দেয়। এ কার জবানব শেষ হইলে যিনি জুরিদিগের প্রধান, তি বলিলেন হিলির পক্ষ সমর্থন কারী উ লের বাক্য শ্রবণের আবশ্যকতা নাই বাদী তাহার দোষ সপ্রমাণ করিতে পা ন নাই। অনন্তর জুরিরা সকলে তাহা একবাক্যে নির্দ্দোষী বলিলেন। বিচারপা তাহাতে সম্মতি দেওয়াতে তাহাকে তৎ

...ৎ মুক্ত করিলেন। মুখবার জ্যোতিকলনার
...শ হইয়াছে।

কি কারণে হিলিকে ছাড়িয়া দেওয়া
হইল বুঝা গেল না।

পাঠকগণ! আপনারা কি মুক্তর্ত নবা-
অবগোৎসুক হইয়া সোমপ্রকাশের পথ
প্রতীক্ষণ করিয়া আছেন? সোমপ্রকাশ
প্রতি সপ্তাহে যথাশক্তি নূতন সম্বাদ দিয়া
আপনাদিগের কৌতূহল পূর্ণ করিয়া থাকে
...টে কিন্তু আজি যে একটী অত্যদ্ভুত নূ-
...ন সম্বাদ দিতে চলিয়াছে, ঈদৃশ সমা-
...র কখন আপনাদিগের শ্রবণ বিবরে
...বেশ করে নাই, অথবা সত্য দূরে থাকুক
...মন আশ্চর্য্য সম্বাদ কখন যে আপনাদি
...র শ্রবণ পথের অতিথি হইবে, আপনা
এরূপ কখন মনেও করেন নাই। সে
...বাদ এই—ডেনিস হিলি বিনা দণ্ডে
অব্যাহতি পাইয়াছে!!! গত বুধবারের
...সায়ংকালে এই সমাচার যখন নগরময়
...ল, নগর বিস্ময়, রোষ, ক্ষোভ, ও ভয়ে
একান্ত পরাধীন হইয়া রূপান্তর ধারণ
...রিয়াছিল। যাঁহারা স্বকর্ণে আত্মাধাম
...ণ না করিয়াছিলেন, তাঁহারা প্রথমে
...তাহাতে বিশ্বাস করেন নাই। তাঁহাদিগের
...বিশ্বাস হওয়া আশ্চর্য্যের বিষয় নহে।
...লির দুরাচারতার বিষয়ে কাহারও সন্দেহ
...ছিল না; তাহাকে বরাবালির অরাজক
...ণ্ডের কর্ত্তা বলিয়া তাঁহাদিগের দৃঢ়তর
...কার জন্মিয়াছিল; তাহার অপরাধও
...তর সুস্পষ্ট প্রমাণ দ্বারা সপ্রমাণ হই
...ছে. অথচ সেই দুরাত্মা অব্যাহতি পা
...! এ সম্বাদ শুনিলে সত্য বলিয়া তাহা
কাহার বিশ্বাস জন্মিতে পারে? যাহা
...ক, এ বুধবার অবিচার, আইন, ঈশ্বরে
...নিয়ম ও ভারতবর্ষের স্বত্ব এ সমুদায়
...পের নিকটে পরাস্ত হইয়াছে। সামান্য
...য়া অবধি ধনবান বণিক পর্য্যন্ত সক
...ই সাতিশয় বিস্ময়াপন্ন হইয়াছেন। ইউ

রোপীয়েরা অপরাধ করিলে দণ্ড হয় না বলিয়া এদেশীয়দিগের যে সংস্কার ছিল, গত বুধবার তাহা লোকের হৃদয়ে দৃঢ়তর রূপে বদ্ধমূল করিয়া দিয়াছে। নেপোলিয়নের পতন কালে তাঁহার সেনারা যেরূপ দুঃখিত ও রোষপরবশ হইয়াছিল, বরাবালির অরাজক কাণ্ডকারীর মুক্তি লাভ শ্রবণে এদেশীয় সমাজ ততোধিক দুঃখিত হইয়াছেন। হায়! ভারতবর্ষ কি দুরবস্থাতে পতিত হইলেন!

জুরিরা যেরূপ মত প্রকাশ করুন না কেন, আমরা মুক্ত কণ্ঠে কহিতে পারি হিলি হইতে বরাবালির হত্যাকাণ্ড হইয়াছে। সাক্ষিদিগের বাক্যে আমাদিগের অণুমাত্র সংশয় জন্মিতেছে না। এ প্রকার অত্যাচার, এরূপ নৃশংস মানবস্বভাব, এরূপ অনুচিত ব্যবহার অন্য কোন দেশে কখন দৃষ্ট হয় নাই। ফরাসী বিদ্রোহে সহস্র সহস্র লোক এক এক স্থানে হত হইয়াছেন যথার্থ বটে, কিন্তু প্রগাঢ় শান্তির সময়ে কোন সভ্যদেশে ও সভ্যতম গবর্ণমেন্টের অধীনে দুর্ব্বল ব্যক্তির উপরে এরূপ অত্যাচার হইয়াছে, ইহা কখন শ্রবণ করা যায় নাই। ইতিহাস এরূপ আর একটী দৃষ্টান্ত প্রদর্শন করিতে পারেন না। অত্যন্ত অসভ্য কালের বিচারও ইহার নিকটে লজ্জিত হইয়াছে। মনুষ্য ক্রোধ লোভ স্বার্থপরতা ও বৈরনির্য্যাতনলিপ্সাদি দ্বারা প্রেরিত হইয়া যে সমস্ত কুক্রিয়া করিয়া থাকে, সেসমুদায় এক হিলির দ্বারা এক পদে সম্পাদিত হইয়াছে। হিলি গৃহদাহ গৃহবিলুণ্ঠন হত্যা বলাৎকার ভ্রূণ হত্যাদি কোন পাপ ক্রিয়ারই অনুষ্ঠান করিতে বাকি রাখে নাই। ভয়ানক যুদ্ধের পরও জয়শীল সেনাগণ শত্রু দলের মৃত ব্যক্তিদিগের অন্ত্যেষ্টি ক্রিয়া করিতে দেয় নিতান্ত দুরাত্মা হিলি রহিমউল্লাকে এ সম্মানও প্রদান করে নাই।

কি প্রমাণ ও কি যুক্তি অবলম্বন করিয়া জুরিরা হিলিকে মুক্ত করিলেন, তাহা বুঝিয়া উঠা আমাদিগের বুদ্ধিপথের অতীত হইতেছে। সাক্ষীরা কি বলিয়াছে? তাহারা কি বলে নাই যে এক জন ইউরোপীয় দাঙ্গার সময়ে উপস্থিত ছিল? সকলেই কি স্পষ্টাক্ষরে কহে নাই যে সাহেবের লোক হইতে এ কাণ্ড হইয়াছে? অধিকাংশ লোকে কি হিলিকে হত্যাকারী বলিয়া নির্দ্দেশ করে নাই? রাত্রিকালে দাঙ্গা ও হত্যাকাণ্ড হইয়াছিল; মৃত ব্যক্তির নিকটে যাহারা ছিল, তাহারা সকলে শপথ পূর্ব্বক বলিয়াছে যে তাহারা স্বচক্ষে দেখিয়াছে হিলি বন্দুক দ্বারা তাহার প্রাণ বধ করিয়াছে। যাহারা দূরে ছিল তাহারা যথার্থ যাহা দেখিয়াছে, তাহাই বলিয়াছে, অর্থাৎ এক জন ইউরোপীয় দাঙ্গাস্থলে ছিল, কিন্তু সে হিলি কি আর কেহ তাহা তাহারা অন্ধকার প্রযুক্ত স্পষ্ট দেখিতে পায় নাই। হিলির পরিধেয় বস্ত্রের বর্ণের বিষয়েও সাক্ষিদিগের বাক্যের অণুমাত্র বৈলক্ষণ্য হয় নাই। তবে বৈলক্ষণ্যের মধ্যে এই হইতেছে কেহ বলে তাহার হাতে বন্দুক ছিল, কিন্তু তাহা ছুড়িতে দেখে নাই, কেহ বলে বন্দুকে সঙ্গীণ ছিল, কেহ বলে তাহা ছিল না। এই বৈলক্ষণ্য দেখিয়াই জুরিরা কি সাক্ষিবাক্য মিথ্যা জ্ঞান করিয়াছেন? এরূপ হওয়া কি নৈসর্গিক নয়? সেই দাঙ্গার সময়; লোক হত ও আহত হইতেছে; দুরাত্মারা স্ত্রীলোকদিগের অবমান না করিতেছে, ও দিকে গৃহ দাহ হইতেছে; সে সময়ে কি সকলের চিত্ত সমান অবস্থায় থাকা সম্ভাবিত? চিত্তবিহ্বলতা হেতু কি দৃষ্টিবিভ্রম হইবার সম্ভাবনা নাই? সকলেই কি সমান স্থানে ও সমান অবস্থায় দাঁড়াইয়াছিল? ঐ রূপ সামান্য বৈলক্ষণ্য হওয়াতেই সাক্ষিবাক্য যে সত্য তাহাই কি সপ্রমাণ হইতেছে না? সাক্ষিরা শিক্ষিত হইলে তাহাদিগের বাক্যের বৈল

ক্ষণ্য হইবে কেন? কোন সাক্ষী তাহাকে চিনি বলিয়াছে, কেহ বা বলিয়াছে চিনি না; তাহাতে কি হিলির অপরাধের ন্যূনতা হইতে পারে? অনেকে কি হিলিকে স্পষ্ট বাক্যে হত্যাকারী বলিয়া নির্দ্দেশ করে নাই? অনেকে কি তাহাকে আদালতে চিনিয়া দেয় নাই? হিলির কি মরেলের সহিত পরিচয় নাই? সে কি সুরুলিয়াতে কখন যায় নাই? তবে যে কাল ও দূরতা ঘটিত যৎকিঞ্চিৎ বৈলক্ষণ্য হইয়াছে, কৃষকদিগের সেরূপ হওয়াই নৈসর্গিক। আমরা অনেক কৃষককে দেখিয়াছি, তাহাদিগের কাল ও দূরত্বের জ্ঞান নাই। বিশেষতঃ এক অধিক দিনের পর তাহাদিগের সকল বিষয় স্মরণ থাকা কি সম্ভাবিত? যখন ডেপুটি মাজিষ্ট্রেট বঙ্কিম বাবু সন্দেহ করিয়া হিলিকে ধরিতে যান, সে বারবার আপনার নাম ভাঁড়াইয়াছিল কেন? সে দোষী না হইলে নাম ভাঁড়াইবার কি প্রয়োজন ছিল? আমরা শুনিয়াছি যখন বঙ্কিম বাবু তাহাকে চিনিতে পারিয়া গ্রেপ্তার করিবার চেষ্টা পান, তখন ঐ দুর্বৃত্ত বলিয়াছিল "যে মরেলগঞ্জের উপরে পদার্পণ করিবে, আমি তাহাকে গুলি করি আর হিলি যদি দোষী না হইবে, সে কি জন্য পলায়ন করিল? যখন আসামে ধৃত হয়, তখন তাহার সহিত প্রায় ১৫০ টাকার অহিফেন ছিল, তাহা বিক্রয় করিয়া ব্রহ্ম ও চীনদেশে যাইবে সে এই সঙ্কল্প করিয়াছিল।

এই সমস্ত দেদীপ্যমান প্রমাণ থাকিতে যদি হিলির অপরাধ প্রমাণ না হইল, কিসে যে প্রমাণ হইবে, তাহা ত আমরা বুঝিতে পারিতেছি না। আদালতে বহু সংখ্য সাক্ষী উপস্থিত হইয়াছিল, তাহাদিগের মধ্যে দুই চারি জনের বাক্যের আংশিক কিছু কিছু বৈলক্ষণ্য হয়, কিন্তু অনেকের বাক্যের বৈলক্ষণ্য হয় নাই। যাদিগের বাক্যের বৈলক্ষণ্য হয় নাই, যদি কেবল তাঁহারা মাত্র সাক্ষী থাকিত, তাহা হইলে জুরিরা কি করিতেন? কাউই সাহেব বা কিরূপে বলিতেন যে সকল সাক্ষী হিলির দোষ প্রমাণ করিতে পারে নাই? যে স্থলে অনেক সাক্ষী থাকে, সেখানে সকল সাক্ষীর দ্বারা কি সকল বিষয় প্রমাণ হয়? এক জন ইউরোপীয় দাঙ্গা স্থলে ছিল, কতকের দ্বারা প্রমাণ হইয়াছে; সেই ইউরোপীয় মরেলের লোক কতকগুলির দ্বারা ইহা প্রমাণ হইয়াছে; আর কতকগুলির দ্বারা প্রমাণ হইয়াছে, মরেলের সেই লোক হিলি ও সেই হিলিই রহিমউল্লার প্রাণ বধ করিয়াছে। বাস্তবিক রহিমউল্লার প্রাণহন্তা ও দাঙ্গাকর্ত্তা কে, জুরিরা যদি পক্ষপাতশূন্যচিত্তে সূক্ষ্ম অনুসন্ধান দ্বারা বাহির করিবার আন্তরিক চেষ্টা করিতেন, তাহা হইলে কি তাঁহারা রীতির অনুসারে প্রমাণের বলাবল ও সত্যাসত্যতা বিচার করিতেন না? তাহা হইলে কি হিলিকে যথার্থ দোষী বলিয়া তাঁহাদিগের হৃদয়ঙ্গম হইত না? তাঁহাদিগের বাস্তবিক সে সকল চেষ্টা ছিল না, কেবল ব্রত রক্ষা করা হইয়াছে এই মাত্র। তাঁহারা হিলিকে অনুগ্রহ করিয়া ছাড়িয়া দিয়াছেন কি না, সে বিষয়ের বিচারে আমাদিগের প্রয়োজন নাই।

ভাল আমরা যেন স্বীকার করিলাম জুরিরা যে বিচার করিয়াছেন, তাহাই ঠিক, হিলি দোষী নহে, কিন্তু মনুষ্য হত্যা ও লুঠতরাজাদি যে সমস্ত বিষম কাণ্ড ঘটিল, সে কে করিল? গবর্ণমেণ্ট কি স্থির করিয়াছেন? ডেবিলে কি অদৃশ্য রূপে ঐ সকল কাজ করিয়াছে? মাকিএবেল বলিয়াছেন কোন পাপক্রিয়ার অনুসন্ধান করিতে হইলে অগ্রে আপনা আপনি জিজ্ঞাসা করিবে, তাহা করা কোন্ ব্যক্তির স্বার্থ?* এ যুক্তির অনুসারে রহিমউল্লাকে হত্যা করা স্বার্থ কাহার? অগ্রে এই বিবেচনা করা আবশ্যক। এই ঘটনার পূর্ব্বে মরেলের সহিত রহিমউল্লার দুই একটি বড় দাঙ্গা হইয়া যায়। তাহাতে মরেলের অধীনের কয়েকজনের মেয়াদ হয়। মরেল তাহাতে আত্মমগ্ন হন। রহিমউল্লাকে জব্দ করা বরাবর তাঁহার আন্তরিক চেষ্টা ছিল, সে সেই জন্য আপনি গাঁতি জমা প্রভৃতি দুঃশিদিগকে বিক্রয় করিয়া সামান্য কৃষিকার্য্য অবলম্বন করেন। দাঙ্গার সময় যে মরেলের তরফ লোক তন্মধ্যে ছিল তদ্বিষয়ে কাহারও সন্দেহ নাই, এক জন ইউরোপীয় যে তথায় ছিল, ইহাও কেহ অস্বীকার করিতে পারিবেন না। তবে সে ইউরোপীয় কে? ধন্য ইউরোপীয় চাতুরী! আপনি দাঙ্গাস্থলে উপস্থিত থাকিলে পাছে উত্তরকালে কোন বিপাকে পড়িতে হয়, এই ভাবিয়া মরেল স্বয়ং অন্তরস্থ হইয়া অধীনস্থ লোক দ্বারা কি কাজ শেষ করিয়া লয়েন নাই? হিলি কি তাঁহার অধীন লোক নহে? দৌলত চৌকিদার মৃত্যুকালে কি বলিয়াছিল? হিলি হইতে রহিমউল্লার সর্ব্বনাশ হইয়াছে এই কথা কি সে বলে নাই? এরূপ প্রমাণ সত্ত্বেও যে হিলি নির্দ্দোষ হইল, আমরা কোন ক্রমেই ইহা বুঝিতে পারিতেছি না। ইউরোপীয়েরা এপর্য্যন্ত এতদ্দেশীয়দিগকে বধ করিয়া মুক্তি লাভ করিয়াছেন বটে, কিন্তু এত দুষ্কর্ম করিয়া যে হিলি মুক্তি লাভ করিবে তাহা স্বপ্নের অগোচর। ভাল সে যেন রহিমউল্লার হত্যাকারী বলিয়া সাব্যস্ত না হইল, সে যে দাঙ্গার সময়ে উপস্থিত ছিল, তাহার কি হইল? তাহার দণ্ড কোথায়? আমাদিগের সূক্ষ্মমতি বিচারপতি-ও জুরিরা যাহার অধ্যক্ষতা ও উৎসাহ দানে কুকার্য্যের অনুষ্ঠান হয়, তাহাকে কি দোষী জ্ঞান করেন না? এখন অবধি কি এই নিয়ম হইবে যে যাহার উপরে দাঙ্গার ভার থাকিবে, সে স্বহস্তে তাহার প্রাণ বধ না করিয়া অন্য দ্বারা করাইয়া দিলা দণ্ডে অব্যাহতি পাই

...য় ? আমরা স্পষ্টাক্ষরে বলিতেছি আ...বোকেট জেনেরল হিলিকে দোষী করি...র চেষ্টা পান নাই। জুরির নিকটে ...নি যে প্রকার বক্তৃতা করিয়াছেন তা...তে তাঁহার বাদীর ওকালতী করা না ...ই হিলিরই ওকালতী করা হইয়াছে। ...নি মরেলকে সাক্ষী মানিলেন না ...ন ? কেম্প সাহেব এক বার মরেল ও ...হিমউর ঘটিত মোকদ্দমার বিচার করেন, ...হার সাক্ষ্য গ্রহণ করিলেন না কেন ? ...হার বক্তৃতা মধ্যে উৎসাহের নাম গন্ধ ...লে না। যিনি এইরূপে কাজ করেন, ...নি কি গবর্ণমেন্টের প্রতিনিধি ও পরা...মর্শদাতা হইবার যোগ্য লোক ? গবর্ণমে... বাদী হইয়া আর একটা অন্যায় করি...ছেন। মর্গান সাহেবের নিকটে যশো...রে হিলির বিচার হইবে যে কথা ছিল ...া হইল না কেন. তথায় কসাইটোলার ...কামতিরা নাই বলিয়া কি হইল না ? ...বিচার যে অতিশয় অন্যায় হইয়াছে ...ক বলা বাহুল্য। এরূপ অবিচার ...প্রিমকোর্টেও হয় নাই।

হিলির মকদ্দমা বৃত্তান্ত ইংলণ্ডের লোকের গোচর করা কর্ত্তব্য।

আমরা কহিতেছি, হিলি রাজমউন্টের প্রাণ জাতি, ও মান এ সমস্তের সংহার ..., কসাইটোলার মহাপুরুষেরা কহিতেছেন ...ল মকে। এখন এবিষয়ের মীমাংসা কোথায় ... হাইকোর্টে ত হইল না। হাইকোর্টক...ই টোলারই "সেনা সেচার" মধ্যে হইয়া...ন। কলিকাতায় উচ্চতম আদালত প্রতি...ষ্ঠ হওয়াতে আমরা যে উচ্চতর আশা ক...রিয়াছিলাম তাহা ত বালুকাময় সেতু স্বরূপ ...ল। হিলির মকদ্দমা দেখিয়া বিলক্ষণ বোধ ...তেছে উচ্চতম আদালত এদেশের উপ...র অনিষ্ট সাধনের নিমিত্তই হইয়াছে। উ...ই এক এবিষয়ের মীমাংসা স্থান। ...ত্য, ন্যায়পরতা, অপক্ষপাতিতা প্রভৃতি গুণ হইতে অন্তর্হিত নহে। সেখানে কসাইটোলার মহামতিদিগের আধিপত্য নাই। তত্রত্য লোকেরা পক্ষপাতশূন্য হইয়া যাবতীয় বিষয় তন্ন তন্ন করিয়া বিচার করিয়া থাকেন। তাঁহাদিগের নিকটে এবিষয়ের যথার্থ মীমাংসা না হইবে সন্দেহ নাই।

এবিষয় ইংলণ্ডেশ্বরীর গোচর করিবার আর একটী কারণ আছে। ইংলণ্ডেশ্বরী মনে করিতেছেন, ভারতবর্ষের আধিপত্য ইষ্ট ইণ্ডিয়া কোম্পানির হস্তপরিভ্রষ্ট হওয়াতে সেই সঙ্গে সঙ্গে অত্যাচার ও অবিচারাদি সমুদায় প্রস্থান করিয়াছে। তিনি দেখুন, ভারতবর্ষবাসীরা কেমন স্বচ্ছন্দে আছেন। মফস্বলবাসিদিগের ধন, প্রাণ, মান কেমন নিরাপদে রহিয়াছে। কিঞ্চিৎ অর্থবল থাকিলে এখানে না চলে এমন কর্ম্মই নাই। এখানে যেমন পুলিস তেমনি বিচারকর্ত্তা, তেমনি জুরি সকলই সমান। প্রবল ব্যক্তির বিশেষতঃ ইউরোপীয়দিগের মুখাপেক্ষা না করিয়া অপক্ষপাতে কেহই প্রায় কাজ করিতে পারেন না। রাজ্ঞী ইউরোপীয়দিগকে দুর্দ্দম দারুণ ব্যাঘ্রের ন্যায় ছাড়িয়া দিয়া এদেশীয়দিগকে উৎসন্ন করিবার নিমিত্ত কি ভারতবর্ষের শাসন ভার গ্রহণ করিয়াছেন ? জগদীশ্বর কি এই নিমিত্ত ইংরাজজাতিকে দুস্তর সাগর পার করিয়া এদেশে আনিয়াছেন ? ভারতবর্ষ সম্বন্ধে এই কি তাঁহাদিগের কর্ত্তব্য কর্ম্ম ? যদি উল্লিখিত প্রকার অদ্ভুত কাণ্ড হইয়া অমনি অমনি গেল ভারতবাসিদিগের ধন প্রাণাদি রক্ষার আর আশা কি ? আমরা এত দিন যে যবনাধিকারের নিন্দা ও বৃটিস গবর্ণমেন্টের প্রশংসা ... ও ... যারা যে প্রশংসা ও গর্ব্ব ... থাকিল। যবনাধিকারেও এরূপ ঘটনা বিরল ছিল ... দোষী কে ? যে অর্থ ... লোভ দেখাইয়া অন্যকে কুক্রিয়ায় প্রবর্ত্তিত করে সেই কি প্রধান দোষী নহে ? তাহার দণ্ড না হইলে কি কুকর্ম্মের নিবারণ সম্ভাবনা আছে ? উপস্থিত বিষয়ে তাহা কি হইল ? সকল ব্যক্তির দণ্ড হইয়াছে, তাহাদিগের ... দোষ কি ? তাহারা একমাত্র বিবেচনা ... অর্থ পাইলাম, দাঙ্গা করিলাম, পরে ... কোন উৎপাত উপস্থিত হয়, সাহেব রক্ষা করিবেন। অপক্ষপাতিতা প্রযুক্ত সাহেবের ভরসায় তাহারা অর্থ লোভ সম্বরণ করিতে পারে না। ভারতবর্ষীয় গবর্ণমেন্ট কিন্তু সেই মূল দোষ সংশোধনে যত্নবান নহেন।

উপস্থিত বিষয়টী ইংলণ্ডেশ্বরীর গোচর করিবার সঙ্গে আর এক বিষয় তাঁহাকে জানান আবশ্যক। জুরি প্রথাটি যেন আর এদেশে না থাকে। জুরি প্রথা প্রজাগণের স্বাধীনতা ও সদ্বিচার মূল যথার্থ বটে, কিন্তু যখন তাহার এইরূপ দুর্দশা হইল, তখন তাহা এদেশ হইতে যত শীঘ্র অন্তর্হিত হয়, ততই মঙ্গলের বিষয়।

উপস্থিত বিষয় যেরূপে ইংলণ্ডের গোচর করিতে হইবে, আমরা তাহারও প্রকার ভেদ কহিয়া দিতেছি। সর মর্ডণ্ট ওয়েলসের বেলায় যেরূপ আবেদন করা হইয়াছিল, তাহাতে প্রয়োজন নাই। হিলির মকদ্দমার যাবতীয় বৃত্তান্ত আদ্যোপান্ত পুস্তকাকারে মুদ্রিত করিয়া ইংলণ্ডের প্রধান প্রধান লোকের নিকটে প্রেরণ করা উচিত। তাহাতে জুরির বিচারের কথা যেন বিশেষ করিয়া লিখিত থাকে। যত দিন আমরা ইউরোপীয়দিগের তুল্যকক্ষতা লাভে সমর্থ না হইব, এবং যত দিন ইউরোপীয়দিগের সমসংখ্য এদেশীয় লোক জুরির পদে প্রতিষ্ঠিত না হইবেন, তত দিন জুরি প্রথা দ্বারা এদেশের অনিষ্ট বিনা ইষ্টলাভ সম্ভাবনা নাই। কসাইটোলার জুরিদিগের যে কেমন গুণ, তাহা অনরেবল উডম সাহেবের একটী সংক্ষিপ্ত বাক্য দ্বারা পরিচিত হইয়াছে। তিনি বলিয়াছিলেন, "অপরাধ করিয়া যদি আমার অব্যাহতি পাইবার আশা থাকে, তাহা হইলে আমি সুপ্রীমকোর্টের বিচারই মনোনীত করিব।"

সুপ্রীমকোর্টের প্রসঙ্গ ও বর্ত্তমান হাইকোর্টের সহিত উহার তারতম্য ... একটী ইচ্ছা আমাদিগের হৃদয়ে উদিত হইল। সদ্বিচার প্রদানকল্পে ঐ উভয় আদালতের কেহই কম নহেন। রেবরেণ্ড লং সাহেব বাঙ্গালাদেশের নীলকরপীড়িত প্রজাগণের দুরবস্থার বিষয় সাধারণের গোচর করিবার চেষ্টা করিয়াছিলেন, সেই অপরাধে সুপ্রীম

সুপ্রীমকোর্ট তাঁহার কারাবাস দণ্ড করেন। আর হাইকোর্ট প্রজার সর্ব্বস্বান্তকারী তুরাত্মাকে দৈদীপ্যমান প্রমাণ সত্বেও বিনা দণ্ডে অব্যাহতি দিলেন! হাইকোর্ট হওয়াতে ভারতবর্ষের যে মহোপকার লাভ হইয়াছে, এই প্রসঙ্গে ইংলণ্ডের লোকেরা তাহাও জানিতে পারিবেন

প্রস্তাবিত পুস্তক মধ্যে আর একটি বিষয়ের উল্লেখ করাও আবশ্যক। বঙ্গদেশের প্রজারা বন্দুক ও অস্ত্রাদি প্রয়োগে পটু নন, এবং উঁহাদিগের গৃহে অস্ত্রাদি থাকিবারও যো নাই! পক্ষান্তরে বঙ্গদেশবাসী ইউরোপীয়েরা সচ্ছন্দে স্বগৃহে বন্দুকাদি রাখিতে পারেন, তাহার প্রয়োগ বিষয়ে উঁহাদিগের বিলক্ষণ নৈপুণ্য ও আছে, এতন্মূলক মফস্বলে সময়ে সময়ে মহতী অনর্থ ঘটনা হইয়া থাকে মফস্বলের লোকদিগের যদি বন্দুক ব্যবহার নিষিদ্ধ হইত, তাহা হইলে কি গুলির দ্বারা রহিমউল্লার প্রাণবধ সম্ভাবনা থাকিত? উভয় পক্ষে তুল্য ব্যবহারই উচিত। হয় এককালে সকলেরই অস্ত্র ব্যবহার নিষিদ্ধ হউক, নয় সকলেরই অস্ত্র ব্যবহার অনুমত হউক। নিরস্ত্র প্রজামণ্ডলীর মধ্যে অস্ত্রধারী ইউরোপীয়ের বাস কি ভয়ঙ্কর ব্যাপার নয়?

প্রাপ্ত।

১। এখানে একটি ক্ষুদ্র ব্রাহ্মসমাজ সংস্থাপিত হইয়াছে। ইহার প্রারম্ভ অতি অল্প দিন হইয়াছে, বলিতে কি অদ্যাপি মাসাহ হয় নাই। আগামী কল্য মঙ্গলবার ইহার চতুর্থ অধিবেশন হইবে। অতিশয় আহ্লাদের বিষয় এই যে বিরুদ্ধমতাবলম্বী মহাপুরুষেরা ইহার অনুষ্ঠাতৃগণকে অদ্য.. কোন বিভীষিকা প্রদর্শন করেন নাই। এত অল্প দিনেই পরীক্ষা হয় না সত্য বটে কিন্তু ব্যুৎপাদনে যেরূপ পরিজ্ঞান লাভ করা গিয়াছে এবং অত্রত্য গোঁড়া মহাশয়গণের যেরূপ নিষ্ঠা চরিত্র, ব্রাহ্মধর্ম্মের প্রতি ইহাদের যেরূপ ঐকান্তিক অশ্রদ্ধা, তাহাতে সভ্যগণ যে এতদিবস একত্র উপবেশন করিয়া ঈশ্বরোপাসনা কার্য্য নির্ব্বিঘ্নে সম্পাদন করিবেন একরূপ বড় ভরসা ছিল না। .. প্রথম সংস্থাপিতদিবস হইতেই কেহ কেহ এসভায় যাতায়াত আরম্ভ করিয়াছেন এবং কোন সভ্যকে সম্পূর্ণ রূপে ব্রাহ্মধর্ম্মাবলম্বী জানিয়াও কেহই প্রকাশ্যে কোন বিরাগ প্রদর্শন করিতেছেন না, ইহা কি অত্যন্ত আহ্লাদের নহে? হে! জগদীশ! এ তোমারই অপার কৃপার মহিমা!! এই বিশুদ্ধ ধর্ম্মের জয়পতাকা এখানেও যে উড্ডীন হইবে ইহা কে বলিতে পারিতেন!

২। এখানে একটি ইংরেজি বঙ্গবিদ্যালয় বহুকাল যাবৎ প্রতিষ্ঠিত ও কয়েকবৎসর যাবৎ গবর্ণমেণ্টের আনুকুল্যও প্রাপ্ত হইতেছে। কিন্তু তাহার শ্রীবৃদ্ধি কিছুই হয় নাই বলিলে অত্যুক্তি হয় না। প্রত্যুত দিনদিন ইহার মূলক্ষয়ই হইতেছে। ইহা কেবল মাহাবা কারিগণের মত্ত্বশীলতার অভাব কোন হিতকারী কার্য্য অযত্নে সিদ্ধ হয় না। এই বিদ্যালয়টির যে যে দোষ সাধারণের দৃষ্টিগোচর হইতে আরম্ভ হইতেছে, সমুদয় কি আংশিক মাত্রও যদি গবর্ণমেণ্টের কর্ণগোচর হয় তাহা হইলে কি আর তাহারা ইহার সাহায্য দানে শ্রদ্ধা রাখিবেন? প্রত্যুত সাহায্যদান রহিতই হইবে। অতএব স্কুলটির কার্য্যকারক হেড মাষ্টার প্রভৃতির সকলকেই আমার সানুনয় নিবেদন এই যাহাতে ইহার কার্য্যপ্রণালী সংশোধিত হয় তাহার প্রতি কাহারই অযত্ন না থাকে।

৩। অল্পদিন হইল এখানকার মুন্সেফীটি উঠিয়া গিয়া আপাততঃ ঘোষগাঁদের চৌকীভুক্ত হইয়াছে! এটি বড় ভাল হয় নাই। এই সেরপুর স্থানটি নিতান্ত ক্ষুদ্র নহে। এখানে মহাসম্ভ্রান্ত কয়েকটি জমিদারের অধিবসতি, ইহাদের নিকটস্থ না থাকিয়া মুনসেফী চৌকীর চিরস্থায়ী হওয়া নিতান্ত অসম্ভাবিত বোধ হইতেছে।

৪। এখানকার থানাটি মন্দ নয়, আপাতিক দারগা সাহেবও হিতৈষী ও সদুৎসাহী বটেন। কিন্তু সম্পাদক মহাশয়! একটি বিষয় এক্ষণও উল্লেখ করি নাই সেইটি আমার আজিকার প্রধান উদ্দেশ্য, সে এই যে এখানে আসিয়াই শুনিয়াছিলাম এক্ষণে ২০ আইনানুযায়ি চৌকীদারি ট্যাক্স বসিয়াছে এবং পুলিষ নামধারি কতিপয় চৌকিদার রক্ষক নির্দ্দিষ্ট হইয়াছে এক্ষণে সকল বিষয় ভাল করিয়া দেখা গেল, এ কেবল নামে গোয়ালা আমানি ভক্ষণ। বিখ্যাত (পুলিষ) পুলিষদের কর্ত্তব্যবিমুঢ়তা নিবন্ধন অত্রত্য জনগণের বরং পূর্ব্বাপেক্ষা অধিক ক্লেশই সহ্য করিতে হইতেছে অধিকন্তু অনক্রমে উঁহাদের কাহাকে "পুলিশ" না কহিয়া "চৌকীদার" বলিলে-তাহাকে বেণীগারদে যাইতে হয়। ভূতপূর্ব্ব জা. ইন্টমাজিষ্ট্রেটের নিকটে উক্তরূপ একটি মোকদ্দমা হইয়া অত্রস্থ কয়েকজন জেলভোগ করিয়াছে।

পুলিষগণ (উক্ত নাম ধারী চৌকীদারগণ) কেনই যে তাহাদের কর্ত্তব্যের প্রতি মনোযোগী না হয় তাহা বুঝিলা উঠাও মহাদায় এক.. জামালপুরের জাইন্ট (এক্ষণে ডিপুটী সাহেবের এবিষয়ে মনোযোগ করা অতিশয় কর্ত্তব্য হইয়াছে ইহাদের (পুলিষদের) অমনোযোগিতায় এক্ষণে রাস্তা দিয়া সুখ নাক বন্ধ না করিয়া চলিবার যো নাই।

এই ট্যাক্স (চৌকীদারি ট্যাক্স, নির্দ্ধারিত করিবার সময়েও কয়েকজন পঞ্চাইত .. .. বৈরনির্য্যাতনের পারা কাষ্ঠা প্রদর্শন করিয়াছেন, তন্নিবন্ধন যে কত গরিব বেচারা মারা যাইতেছে তাহার প্রতি কংপাদেন .. দৃষ্টি নাই। ডি, মাজিষ্ট্রেট সাহেবও বাছিয়া বাছিয়া পঞ্চাইত নিযোগ করেন, আমরা আর কি বলিব?

যাহা হউক ভূতপূর্ব্ব ডিপুটী সাহেব কতক পুলিষ সংস্কার করান আরম্ভ করিয়াছেন কিন্তু তাহার কাল, জানি না কেন মধ্যে মধ্যে .. গিত থাকে স্থানীয় জনগণ তো ট্যাক্স দিতে তিলার্দ্ধও দৌন করিতে পারেন না, পুলিষগণ ট্যাক্স আদায় কার্য্যে বিলক্ষণ দক্ষ, এখানে পুলিষ প্রহরী নিযুক্ত হওয়া অবধি চুরি ডাকাইতিরও অত্যন্ত প্রাদুর্ভাব হইয়াছে পূর্ব্বে সম্পন্ন ব্যক্তিগণ লাঠিয়াল ও বন্দুকধারী বরকন্দাজ চাকর রাখিয়া প্রহরীর কার্য্য নির্ব্বাহ করিতেন। কেহ কেহ অদ্যাপি ধন প্রাণের ভয়ে তাহাই করিতেছেন।

৫ ৶১০ আনির জমীদার শ্রীযুক্ত বাবু গোবিন্দকুমার চৌধুরী মহাশয় সম্প্রতি একটি ফটোগ্রাফ আনাইয়া অত্রস্থ ব্যক্তি দিগের

বি ফুলা ধুয়ে পারিয়াছেন। যাহা হউক ...নি এই নিক্ষিপ্ত সকলের ধন্যবাদার্হ বটেন।

শেরপুর
১২৬৯। ১ মাঘ।

বিবিধ সংবাদ ।

১২ ই মাঘ সোমবার ।

গত মঙ্গলবার লেপ্টেনেণ্ট গবর্ণর বাঁকীপুরে ...ক দরবার করেন। ঐ সময়ে বেহারের যাব...ীয় তালুকদার ও সম্ভ্রান্ত লোক উপস্থিত ...ইয়াছিলেন। লেপ্টেনেণ্ট গবর্ণর বেহারের নূ...ন পুলিষ দর্শন করিয়া গবর্ণর জেনরলের ...হিত কাশী পর্য্যন্ত গমন করিবেন।

ঢাকাপ্রকাশ বলেন, সাভারের এক জন ...জন এক স্বর্ণকারের পুত্রকে হত্যা করিয়া ...চারালয়ের গুণে অব্যাহতি পাওয়াতে থাম ...টয়ের যাবতীয় অসৎ লোক কুকর্ম্মে উৎ-...াহী হইয়াছে। তাহারা প্রকাশ্যরূপে বলি...তেছে যখন এক ব্যক্তি হত্যা করিয়া মুক্তি ...াভ করিল তখন সামান্য চুরি করিলে কাহা...ও দণ্ড দিবার সম্ভাবনা নাই। যথার্থ কথা, ...চারালয়ের দোষ সমাজে বর্ত্তায়, কলিকাতা-...জুরিগণের বিচার দোষে ইউরোপীয় দিগে... অত্যাচার বৃদ্ধি হইতেছে।

হিন্দুপেট্রিয়ট শ্রবণ করিয়াছেন মার্চ্চমাসে ...শেষ পর্য্যন্ত ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার ...র্য্য চলিবে। ইহার মধ্যে সর চার্লস ট্রিবিলি...ন ১৮৬৩।৬৪ অব্দের আয় ব্যয়ের হিসাব ...র্পণ করিতে পারেন।

উক্ত পত্র বলেন, কিয়দ্দিবস পূর্ব্বে ট্রেবর ...মর্গান সাহেব বাবু দিগম্বর মিত্রের মোক-...দ্দমায় জমীদারের নায়েবেরা মৌরসী পাট্টা দি...ে তাহা সুসিদ্ধ হইবে বলিয়া যে আজ্ঞা দি...য়াছিলেন প্রধানতম বিচারপতি সম্প্রতি তা...র বিরুদ্ধ মত প্রকাশ করিয়াছেন। জন, ...লির সাহেব নামক এক জন জমীদার নায়ে-...বের মৌরসী পাট্টা দিবার ক্ষমতার বিষয়ে ...নীল করাতে বাবু দিগম্বর মিত্রের মোকদ্দ-...মার পুনর্ব্বিচার হইতেছে। এ আজ্ঞাটি রহি-...ত করা অবশ্য কর্ত্তব্য, অন্যথা প্রতারক ...নায়েবের হাতে পড়িয়া অনেক জমীদারের ...র্ব্বনাশ হইবার সম্ভাবনা।

অদ্য টৌনহালে ওকালতির পরীক্ষা আ-রম্ভ হইয়াছে। ট্রেবর, গুডিব, ...পল ডিকেন্সী, ও বোকোট সাহেব পরীক্ষক পদে নিযুক্ত হইয়াছেন।

উত্তরপশ্চিমাঞ্চলের নিজামত আদালত আজ্ঞা দিয়াছেন যেন সরাই বা হোটেলে কোন ব্যক্তি অত্যাচার করিলে অধ্যক্ষেরা তাঁহাকে বহিষ্কৃত করিতে পারিবেন। যদি তিনি সহজে চলিয়া না যান তাহা হইলে পুলিসের লোকেরা তাঁহাকে দূর করিয়া দিবে। এই আজ্ঞা বলবতী করা উচিত তাহা হইলে আর হোটেলের শান্তিভঙ্গের কথা আমাদিগের কর্ণগোচর হইবে না।

দিল্লীগেজেট খাইরাবাদের মেলার শ্রীবৃদ্ধি দর্শনে বিশেষ হর্ষ প্রকাশ করিয়াছেন। তিন বৎসর হইল এই মেলা আরম্ভ হইয়াছে। এবৎসর সর্ব্বশুদ্ধ ১৫২,৮৪৮ টাকার দ্রব্যের বাণিজ্য হইয়াছে। ইহার মধ্যে ৩২,৫১ টাকার গো মহিষ অশ্ব প্রভৃতি বিক্রীত হইয়াছে। গবর্ণমেণ্টের উৎসাহ না থাকিলে বাণিজ্যের সবিশেষ শ্রীবৃদ্ধি হয় না। পূর্ব্বকালে হিন্দুরা দেশে বিদেশে গিয়া বাণিজ্য করা অধর্ম্ম বলিয়া পরিগণিত হইত কিন্তু রাজা টলেমির উৎসাহদানে বাণিজ্যের এত শ্রীবৃদ্ধি হইয়াছিল যে কেবল তাহার গুণে শাসনের ব্যয় চলিত। এই সকল কারণেই আমরা সর্ব্বদা বলিতেছি ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট যদি যথোচিত উৎসাহ দেন ভারতবর্ষ আসিয়ার বস্ত্রের বাণিজ্য ...ষ্টিয়া করিতে পারেন।

আলহাবাদ গেজেট বলেন, আগাততঃ উক্ত নগরে এত লোকের আমদানি হইয়াছে যে হোটেলে স্থান হয় না। কাশী পর্য্যন্ত রেলওয়ে খোলাতে বিস্তর লোক কলিকাতা হইতে তথায় গমন করিয়াছেন।

উক্ত পত্রের এক জন সংবাদদাতা বলেন বাঁদায় জ্বরের অতিশয় প্রাদুর্ভাব হইয়াছে। তথায় যমুনার তীরে একটি নূতন ট্রাংরোড হইয়াছে।

১৩ ই মাঘ মঙ্গলবার ।

ইংলিসম্যান মরিসস হইতে সংবাদ পাইয়াছেন তথায় বিস্তর চিনি প্রস্তুত হইয়াছে কিন্তু সে সমুদায় বিক্রীত হইবার তাদৃশ সম্ভা...বনা দেখা যাইতেছে না। মরিসস ক্রমে একটি বঙ্গালী উপনিবেশ হইয়া উঠিতেছে।

...লের এক জন জমীদার ... লিখিয়াছেন, সম্প্রতি তথায় পতিত ভূমি বিক্রয় হইবার সময়ে কয়েকটি বৃহৎ লাট প্রতি একারে ... নীলাম হইয়াছে। ... একারের একটি বৃহৎ লাটের প্রতি একারে ... টাকার অধিক লাভ হয় নাই তাহার কারণ এই এক ব্যক্তি প্রথমে তাহা জন্য আবেদন করেন। অপর এক জন আ... করিয়া বিক্রয়ের সময়ে আপন আবেদন পত্র ফিরাইয়া লন। ... হইয়াছে যে দ্বিতীয় আবেদনকারী উপস্থিত না থাকে তাহার নীলাম হয় না। সুতরাং উক্ত ... একার ... একারে ... টাকায় বিক্রীত হয় ... অনুমান করেন আবেদনকারী এক পরামর্শী হইয়া এই প্রকারে গবর্ণমেণ্টকে ঠকাইয়াছেন, সবে কলির আরম্ভ।

... বলেন, ... গবর্ণর জেনরল ... কলিকাতা হইতে কাশী গমন করিয়াছেন।

উক্ত ... আলাহাবাদস্থিত সংবাদদাতা বলেন, আলাহাবাদের নূতন আফি... প্রস্তুত ও ... নির্ম্মিত হইতেছে ... সামান্য ... কিছু করিলে ... এই ... হইয়াছে ... উক্ত ... ১৬ লক্ষ টাকা ... তাহার ... লক্ষ টাকায় ... হইতেছে ... বাণিজ্য ... হইবে ... ক্রমে ...

খলিয়া হইতে টেলিগ্রাফে ... ১৭ ই জানুয়ারি লেপ্টেনেণ্ট ... বিদ্রোহীদিগকে ... করিয়া ... নগর হইতে ... লেপ্টেনেণ্ট ...

... সাহেবের প্রশংসা ... কলেন বিচার ... তাহা... ... অধ্যবসায় ... যুদ্ধ করে...

র্ণমেন্টের সেনারা সকলকে যে গভর্ণ লর্ড- [illegible] সম্প্রতি [illegible] [illegible] দিয়াছে [illegible] করিয়াছেন [illegible] এক জন [illegible] বাস্তবিক [illegible] এই সকল যুদ্ধ [illegible] রাজ্যের সহিত অধীন ও [illegible] যুদ্ধের মধ্যে [illegible] হইয়া পড়িতেছে।

৬ই মাঘ বুধবার

[illegible] রাজা [illegible] বাহাদুরের [illegible] আহায্যার্থে [illegible] ১০ টাকা এবং বেরেলীতে [illegible] ১০০০ টাকা প্রদান করিয়াছেন। উক্ত সম্পাদক আরো বলেন, [illegible] মেডিকেল কালেজের [illegible] উক্ত [illegible] ছাত্রদিগের [illegible] ডিপার্টমেন্টের প্রধান [illegible] [illegible] শিক্ষার না হয়। [illegible] [illegible] হইতে [illegible]

[illegible]

[illegible] ডাক্তার [illegible]

[illegible] গবর্ণমেন্ট [illegible] [illegible] [illegible] এই [illegible] অত্যাচারে সন্দেহ নাই।

মজুর না পাওয়াতে গবর্ণমেন্ট কয়েদিদ্বারা কাজ [illegible]তেছেন। গবর্ণমেন্ট স্বীকার করিয়া[illegible] পবলিক ওয়ার্কে যত টাকা ব্যয় হয়, [illegible] লাভ হয় না। ঐ ডিপার্টমেন্টে কি অম- [illegible] প্রবেশ করেন না—না, যে লঙ্কায় যায় সেই রাক্ষস হয়

[illegible] লোকেরা তত্রত্য ভূতপূর্ব্ব গবর্ণর সর হেনেরি ওয়ার্ডের এক প্রস্তরময়ী প্রতিমূর্ত্তি করিয়াছেন।

এক্ষণে কালিফর্ণীয়ায় এত চীনে গিয়াছে যে মজুরী তাহাদিগের এক চেটিয়া হইয়াছে বলিতে হয়। তত্রত্য ব্যবস্থাপক সভা অনুমতি [illegible] দেন প্রত্যেক চীনের নিকটে মাসিক ২॥০ ডলার কর লওয়া হইবে। বিচারালয়ে [illegible] [illegible] ব্যবস্থাপক সভার আজ্ঞা রহিত হইয়াছে। মাসে মাসে এই রূপ [illegible] নিয়ম না করিলে ব্যবস্থাপক সভার [illegible] থাকে কি?

এ, জি. কর্জ্জন নামক মান্দ্রাজ রেইলও য়ের এক জন কর্ম্মচারী ১৭৮ টাকার এক হুণ্ডি [illegible] করাতে তাহার ১৫ মাস মেয়াদ হইয়াছে।

বোম্বাইসটডে রিবিউ বলেন উক্ত বন্দর রক্ষা করিবার জন্য গবর্ণমেন্ট কয়েক খানি [illegible] জাহাজের ন্যায় করিতেছেন। কিন্তু ভারতবর্ষীয় রণতরিদিগের কো- [illegible] অফিসর তাহার অধ্যক্ষতা করিতে সম্মত [illegible]। উঁহারা ঐ কার্য্যে অপমান জ্ঞান করেন না কি?

১৫ ই ফেব্রুয়ারি তুন্দলা ও আলিগড় পর্য্যন্ত রেইলওয়ে খুলিবে।

গবর্ণমেন্ট আজ্ঞা দিয়াছেন সুন্দরবন, [illegible] ও আসামে যাঁহারা আবাদ করিবেন [illegible] ৯৯ বৎসর মেয়াদে ভূমি লইয়াছেন. [illegible] যদি ইচ্ছা করেন মূল্য দিয়া ভূমি [illegible] লইতে পারিবেন। সুন্দরবনের ভূম্যধিকারীরা এই সময়ে একবার গা ঝাড়িয়া [illegible] হইতে উত্থিত হউন।

[illegible] রাজা মাণ্ডাজের ভিন্ন ভিন্ন [illegible] বিদ্যালয়ের উৎসাহ বর্দ্ধনার্থ ১৫০০ টাকা দিয়াছেন।

আমরা শুনিলাম সর চারলস ট্রিবিলিয়ান ভারতবর্ষীয় সভায় প্রতিনিধি গণের [illegible] বঙ্গদেশের বিদ্যালয় সংক্রান্ত কথোপকথন করিয়াছেন। ভারতবর্ষীয় সভা যদি [illegible] হিন্দির সদৃশ দুর্দ্দৃত্ত লোকদিগের হস্ত [illegible] মুক্ত দেখিতে চাহেন, তবে একটী [illegible] শিক্ষাপ্রণালী স্থাপন চেষ্টা দেখুন।

হিন্দু পত্র বলেন দেরাদুনে গবর্ণর [illegible] রলের শরীর রক্ষক সেনাদলের এক [illegible] নির্ম্মিত হইতেছে। গবর্ণর জেনরল [illegible] হইতে দেরাদুনে গমন করিবেন।

কমিসরিএট কমিসনের কার্য্য শেষ [illegible] যাছে। তাঁহাদিগের রিপোর্ট শীঘ্র প্রচারিত হয়, এই আমাদিগের ইচ্ছা। সর চারলস ট্রিবিলিয়ান এক বার পবলিক ওয়ার্কে- [illegible] দিগে কি দৃষ্টি করিবেন না?

গত বৎসর কলিকাতায় ১,১৬,২২১ গ্যালন ধেনোমদ ও ১০২,৫৩২ গ্যালন রম বিক্রীত হইয়াছে। বঙ্গদেশে এক্ষণে ৬৫টি ভাঁটি হইয়াছে। একা কলিকাতার রম ও ধেনোমদে গতবৎসরে ৩,৮৬,৭৮৭ টাকা লভ্য হইয়াছে আমরা দেখিতে পাইতেছি গবর্ণমেন্ট স্বয়ং উৎসাহ দিয়া প্রজাদিগকে মাতাল করিতেছেন। সংকিঞ্চিৎ অর্থ লোভে প্রজাগণকে এই রূপে উৎসন্ন করা কি সভ্য গবর্ণমেন্টের উচিত!

রামপুরের নবাব [illegible] মজুর দিগের সহায়তার জন্য ১০,০০০ টাকা প্রদান করিয়াছেন। সম্প্রতি বীরভূমের বিখ্যাত জজ মালেট সাহেবের যত্নে তথায় এতৎ সংক্রান্ত এক সভা হইয়াছিল।

আমরা সংবাদ ভারত বন্ধু নামক এক খানি নূতন সংবাদ পত্রের কয়েক সংখ্যা প্রাপ্ত হইয়াছি। ইহা বিশ্বমনোরঞ্জন যন্ত্রে মুরশিদাবাদে মুদ্রিত হইতেছে। পত্র খানি চিরজীবী হইয়া ভারতের বন্ধুতা করেন, এই আমাদিগের প্রার্থনা।

ফিনিক্স বলেন গবর্ণর জেনেরল ১ ফেব্রুয়ারি কলিকাতা হইতে পাটনায় যাইবেন। তথায় এক দরবার করিয়া পরে কাশী ও আম্বালায় দরবার করিবেন। আম্বালায় পঞ্জাবের লেফ্টেনেন্ট গবর্ণর লার্ড এলগিনের সাক্ষাৎ করিবেন। গবর্ণর জেনরল গ্রীষ্ম কাল সিমিলার পর্ব্বতে অতিবাহিত করিবেন, এব

১৮৬৫ অব্দের শীতকালে কলিকাতায় প্রত্যাগমন করিবেন।' ভারতবর্ষের গবর্ণর জেনরল দিগের কি অতঃপর এই কাজ হইবে?

উক্ত পত্র বলেন বাবু শম্ভুনাথ পণ্ডিতের সনন্দ অদ্যাপিও আইসে নাই, অথচ তাঁহার ত্রিশক্ষুর স্বর্ণ বাসের ব্যয় হইয়াছে। তিনি বিচার কার্য্য অথবা ওকালতি এতদুভয়ের কিছুই করিতে পারিতেছেন না। ষ্টেট সেক্রেটারি ভাবিয়াছিলেন ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট তাঁহার নিয়োগপত্র প্রদান করিবেন, কিন্তু তাঁহারদিগের সে ক্ষমতা না থাকাতে ইংলণ্ডে এ বিষয়ের নিমিত্ত লেখা হইয়াছে।

টাইমস অব ইণ্ডিয়ার পারিসস্থ সংবাদ দাতা বলেন যদিও ফরাসীসম্রাট প্রতি বৎসর নিজ ব্যয়ের জন্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা পাইয়া থাকেন, তথাপি তাঁহার ও রাজ্ঞীর এত ব্যয় যে ইহাতে কুলান হয় না, মধ্যে মধ্যে ইহুদিদিগের নিকটে কর্জ্জ করিতে হয়। সম্রাটের ১৩ টি বাটী ও বিস্তর অশ্ব আছে। রাজ্ঞী বস্ত্র অলঙ্কার প্রভৃতিতে ভয়ানক ব্যয় করেন। লুই নেপোলিয়ন যেমন রাজনীতিজ্ঞ তেমন বার্ত্তাশাস্ত্রজ্ঞ নহেন।

মান্দ্রাজের বিচারালয়ে এক জন গবর্ণমেণ্ট রিপোর্টার নিযুক্ত হইয়াছেন। ইনি যাবতীয় মোকদ্দমার বিবরণ লিখিয়া প্রকাশ করিবেন। আমরা এ ব্যাপারের কারণ বুঝিতে পারিতেছি না। সংবাদ পত্রের রিপোর্টরেরা তবে কি করেন?

কাথলিক দল বহিষ্কৃত এক ব্যক্তি সম্প্রতি কাইপিনের কাথলিক গির্জ্জায় প্রবেশ করাতে গির্জ্জার যাবতীয় লোক তাঁহাকে ভয়ানক প্রহার করেন। পুলিসের লোকেরা যথা সময়ে আসিয়া উপস্থিত না হইলে তাঁহার প্রাণ নষ্ট হইবার সম্ভাবনা ছিল। গির্জ্জার পুরোহিতই বিষয়ে উৎসাহ দিয়াছিলেন বলিয়া তাঁহার দুই শত টাকা জরিমানা ও দুই শত টাকার মুচলকা লওয়া হইয়াছে। যে ধর্ম্ম যে পরিমাণে আড়ম্বরসঙ্কুল তদবলম্বিদিগের সেই পরিমাণে অসভ্যতা দৃষ্টিগোচর হয়।

১৮ই মাঘ শুক্রবার।

মিউনিসিপাল কমিসনরেরা কলিকাতায় ভূগর্ভস্থ প্রণালীর (ড্রেনের) জন্য আট লক্ষ টাকা কর্জ্জ করিবার বিজ্ঞাপন দিয়াছেন। ভারতবর্ষীয় সভা এ বিষয়ের বিরুদ্ধে আবেদন করিয়াছিলেন, তাঁহারা যে কমিসন স্থাপন করেন, তাহার কি হইল।

হরকরা দুর্গ ও হিলিকে নয় মাস কারাগারে রাখা অন্যায় হইয়াছে বলিয়া প্রতিবাদ করিয়াছেন। তিনি যশোহরের মাজিষ্ট্রেট প্রভৃতি দোষারোপ করিয়া এতদ্দেশীয়দিগের চরিত্রের প্রতি দোষারোপ করিয়াছেন। ... হার মতে ইউরোপীয়দিগের স্বদেশে থাকিবার স্বাধীনতা অব্যাহত থাকিবার পক্ষ নয়; নাই। অবশ্য দশ পনর জন এতদ্দেশীয় ... কে বধ করিয়া আবার হাতকড়ি ... লণ্ডনের সভাকে এবিষয়ে আবেদন করিতে বলা হউক।

সিন্ধুদেশস্থ হায়দরাবাদ নগরে গবর্ণমেণ্ট গুদামে ৬০০০ টাকার অহিফেন রাখা হয়। কিন্তু সম্প্রতি বাক্স খুলিয়া দেখা গিয়াছে, তাহা কেবল ধূলিতে পরিপূর্ণ রহিয়াছে। পিপীলিকা অহিফেন খাইয়া কি ধূলি ভরিয়া রাখিয়াছে?

পুনা অবজারবর বলেন অল্পদিন হইল ... লাতে পুলিসের লোকের সহিত কয়েক জন আফিসরের এক দাঙ্গা হইয়া গিয়াছে। ... দলের এক যোদ্ধার স্ত্রী এক হিন্দুর পুষ্করিণীতে স্নান করিতে যাওয়াতে পুলিস কর্ম্মচারিরা যাবতীয় যোদ্ধা ও অশ্ব কয়েদ করে। আফিসরেরা যোদ্ধাদিগের পক্ষ হইয়া দাঙ্গা করিয়া তাহাদিগকে মুক্ত করেন। তদনন্তর পুলিস পুনর্ব্বার তাহাদিগকে কয়েদ করিতে যাওয়াতে পুলিসের সহিত আফিসরদিগের ভয়ানক দাঙ্গা হয়। আফিসরেরা পুলিস চৌকিদারদিগের লাঠির সম্মুখে তিষ্ঠিতে না পারিয়া পরাজিত হইয়া পশ্চাৎ হইয়াছেন। এক জন গুরুতররূপে আহত হইয়াছেন; মন্দ ব্যাপার নয়।

সমাচার হিন্দুস্থানী বলেন লক্ষ্ণৌর মুসলমানেরা জনরব তুলিয়া দিয়াছেন নেপালের সহিত ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের শীঘ্র এক যুদ্ধ হইবে। তাঁহারা আরও বলেন মহারাজ দিগ্বিজয় সিংহ নেপালে গমন করাতে জঙ্গ বাহাদুর তাঁহাকে রুদ্ধ করিয়াছেন। অথচ দিগ্বিজয় সিংহ জঙ্গ বাহাদুরের সহিত সাক্ষাৎ করিয়াছেন। এই সকল জনরব দ্বারাই গবর্ণমেণ্টের প্রতি লোকের মনের ভাবের বিলক্ষণ পরিচয় হয়।

ফিলিপ ... বঙ্গদেশীয় গবর্ণমেণ্ট আজ্ঞা দিয়াছেন এখন অবধি যাহারা সর্প বধ করিবে তাহাদিগকে প্রতি সর্পের নিমিত্ত চারি আনা পুরস্কার না দিয়া দুই আনা দেওয়া হইবে। প্রতি বৎসর বঙ্গদেশে ইহার জন্য ১০০০০ টাকা ব্যয় হইয়া থাকে। আজি কালি নীডল সাহেবের দ্বারা জাতীয় সর্পের উপর যত্ন ... হইয়াছে।

১৯এ মাঘ শনিবার।

সিঙ্গাপুরের একখানি আমেরিকান জাহাজের কাপ্তেন এক জন নাবিকের (মালাই বোধ হইতেছে) উপর বিরক্ত হইয়া এক পিস্তল দ্বারা তাহার পায়ে আঘাত করে। তাহাকে বধ করা তাহার অভিপ্রেত ছিল। অনন্তর কাপ্তেন গবর্ণমেণ্টের লোক দ্বারা ধৃত হইয়া ৮০,০০০ ডলারের জামীন দিয়া মুক্ত হয়। রাত্রিযোগে কয়েক জন নাবিক কাপ্তেনের উৎসাহে আহত নাবিককে বলপূর্ব্বক চিকিৎসালয় হইতে তাহাকে লইয়া যায়। কিন্তু তাহাকে পুনর্ব্বার পাওয়া গিয়াছে। বাস্তবিক, গবর্ণমেণ্ট ক্রমশঃ প্রজাদিগের জীবন ও সম্পত্তি অধিকতর নিরাপদ করিতেছেন।

আলাহাবাদ গেজেট বলেন, কাশী ও তন্নিকটবর্ত্তি স্থানে ওলাউঠারোগবিশেষ প্রাদুর্ভাব হইয়াছে।

নিম্নলিখিত মূল্যে গবর্ণমেণ্টের কাগজ বিক্রীত হইতেছে।

৪ টাকার সিক্কা	৯২ । ৯২।০
৫ টাকার কোম্পানির	৯৪।। । ৯৪৸০
৫ টাকার সিক্কা	১০৪৸ । ১০৫
৫।। টাকার কোম্পানি	১১২৸ । ১১২।০

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

২৩এ জানুয়ারি বুধবার।

অনরেবল হার্ এটন সাহেব চব্বিশপরগণা জেলার অন্তর্গত বেহালা ও ... পরগণা সাধারণ আইনের অধীনস্থ করিবার বিলের প্রস্তাব করিলেন এবং কহিলেন ঐ বিল সিলেক্ট কমি

[illegible] দুই [illegible]

[illegible]

[illegible] সংশোধন [illegible]

[illegible]

[illegible] শোধন করিবার জন্য [illegible]

[illegible] হইয়াছে। [illegible]

[illegible] সাহেব বলিলেন [illegible]

[illegible] করিয়াছি। [illegible]

[illegible] ঐ বিল [illegible] হইল।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টনেণ্ট [illegible]রের আজ্ঞানুসারী নিয়োগ।

১৫ ই জানুয়ারি—বাবু পূর্ণচ[illegible] ঘোষ [illegible] আইন অনুসারে [illegible] রের ও ডেপুটী কালেক্টর হইবেন।

১৬ ই জানুয়ারি—[illegible] ১৮৫০ অব্দের ২৯ আইন অনুসারে [illegible] কমিশনর হইবেন।

১৯এ জানুয়ারি—[illegible] এইচ. [illegible] সাহেব [illegible] অন্য কোন হুকুম [illegible] সাহেব [illegible] সহকারী [illegible]

২০এ জানুয়ারি [illegible] শিক্ষাসংক্রান্ত [illegible] কবলিউ [illegible] হইবেন।

২২ এ—জানুয়ারি [illegible] বিভাগের [illegible]

২৪ পরগণার ডেপুটি [illegible] কালেক্টর [illegible] সাহেব কলিকাতার ও ডেপুটী কালেক্টর হইবেন।

২৩ [illegible] এফ. এস. [illegible] সাহেব ২৪ পরগণার [illegible] হইবেন না।

সি. পি. [illegible] সাহেব গবর্ণমেণ্টের আই ন সংক্রান্ত কার্য্যের স্থপারিণ্টেণ্ডেণ্ট ও রিমেম্ব্রান্সার হইবেন।

[illegible]র প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর [illegible] সাহেব ঐ জেলার মাজিষ্ট্রেট [illegible] কালেক্টর হইবেন।

[illegible] সাহেব পূর্ণিয়ার মাজিষ্ট্রেট ও [illegible] হইবেন।

[illegible] সাহেব কালেক্টরের মাজিষ্ট্রেট [illegible] কালেক্টর হইবেন। এবং যতদিন অন্য [illegible] বাবু [illegible] দিন প্রতিনিধিরূপে [illegible] রেভিনিউ ও সারকুইটের কমি[illegible] কার্য্য করিবেন।

[illegible] সাহেব যশোহরের মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর হইবেন। [illegible] অনুমতি না হয় ততদিন [illegible] মাজিষ্ট্রেট ও কালেক্টরের [illegible] করিবেন।

[illegible] শ্রীহট্টের লোকাল [illegible] হইয়াছেন।

[illegible] টেলর সাহেব টি এফ কবলিউ [illegible]

[illegible]

[illegible] কোহোর [illegible]

[illegible]

বাবু গোপীকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় [illegible] সদর আমীন হইবেন।

বাবু তারাকৃষ্ণ হালদার পূর্ব্ব বর্দ্ধমানের [illegible] সদর আমিন হইবেন।

বাবু মহেশচন্দ্রসেন মহসম সিংহের প্রতি[illegible] সদর আমিন হইবেন।

মুন্সি [illegible] ২৪ পরগণার প্রতি[illegible] সদর আমিন হইবেন।

এল কবলিউ [illegible] সাহেব পূর্ব্ব ব[illegible] প্রতিনিধি প্রধান সদর আমিন হইবেন।

বাবু মধুসূদন ঘোষ বশোহরের সদর আমি[illegible] প্রতিনিধি ও সবর্ডিনেটের [illegible] হইবেন।

২৭এ জানুয়ারি ২৪ পরগণার ও হুগলি[illegible] প্রতিনিধি এডিশনাল সেসন জজ [illegible] সাহেব পূর্ব্ব বর্দ্ধমানের সেসন জজের ক্ষমতা পাইয়াছেন।

এইচ বেভিরিজ সাহেব শ্রীহট্টের [illegible] মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টরের প্রতিনি[illegible] হইয়াছেন।

ঙ।

অদ্ভুত প্রতারণা।

জিলা রংপুরের অন্তঃপাতী জলপাইগুড়ি [illegible] রাজকুমার শ্রীযুক্ত চন্দ্রশেখর দেব [illegible] ক্রমাবি মাসে [illegible] হইবেন। [illegible] অপ্রাপ্তব্যবহার ও কোর্ট অব্ ওয়ার্ডসের অধীন [illegible] লেন। তাঁহার অপ্রাপ্ত ব্যবহার [illegible] কতকগু[illegible] ধূর্ত প্রতারক প্রতারণা [illegible] তাঁহার [illegible] টাকার [illegible] লইয়াছে। [illegible] শ্রীযুক্ত [illegible] রাজেন্দ্রলাল মিত্র [illegible] হইতে পারে [illegible] সকল ধূর্ত শঠ [illegible]

[illegible]

না। এক দিবস উক্ত দলের মধ্যে অপর কোন ব্যক্তি মনুষ্যোচিত পরিচ্ছদ ধারণ করিয়া উক্ত রাজার নিকট আসিয়া ব্যক্ত করে যে, আমাকে ৬০ বা ৭০ হাজার টাকা দিলে আমি কোন দুঃসাধ্য কর্ম্ম সম্পাদন করিয়া দিতে পারি। রাজা বিশ্বাসী লোকদিগকে গোপনে জিজ্ঞাসা করিলেন যে, এ ব্যক্তিকে এত টাকা দেওয়া যাইতে পারে কি না এবং [illegible] সময়ে আমার সমুদায় সম্পত্তি গবর্ণমেণ্টের অধীনতায় আছে, সুতরাং উহা হইতেও উপস্থিত কোন কার্য্যের নিমিত্ত টাকা পাইবার সম্ভাবনা নাই। [illegible] কহিল যে, এই ব্যক্তিকে ৫০। ৬০ হাজার টাকা দিলে [illegible] বিশ্বাস করিয়া দেওয়া যাইতে পারে কিন্তু [illegible] সময়ে টাকা নাই। আমরা বিবেচনা [illegible], ইহার একটী সদুপায় আছে, যদ্যপি ঐ [illegible] সম্মত হয়, তাহা হইলে বিনা [illegible] কার্য্য সিদ্ধ হইতে পারে। আপনি [illegible] ব্যক্তিকে এক খণ্ড কাগজে নোট লিখিয়া [illegible]

[illegible] পরামর্শানুসারে [illegible] নোট লিখিয়া দিয়াছেন। এক্ষণে [illegible] এই বিষয় জানিতে [illegible] চন্দ্রশেখর [illegible] অতি সাবধানে [illegible] এবং [illegible] সমুদায় বিষয় [illegible] করিতেও [illegible] করিতেছেন না। তিনি এক্ষণে [illegible] হইয়াছেন, তাহাতে তাঁহাকে অবশ্যই বিশেষ প্রশংসা করিতে হয়। আমরা ইতিপূর্ব্বে [illegible] বিষয় লিখিয়া ছিলাম, এই [illegible] তাহার বিশিষ্ট উদাহরণ। অদ্য এ বিষয়ে [illegible] অধিক বক্তব্য নাই। সময়ান্তরে বিবেচিত হইবে।

[illegible]

―•―

জমিদারী ডাক।

যখন জমিদারী ডাকের প্রবর্ত্তন নিয়ম প্রচারিত করিয়া [illegible] নিয়ম [illegible] প্রস্তাব করিয়াছিলেন, তখন আমরা [illegible] ছিলাম [illegible] যত টাকায় জমিদারী ডাকের কার্য্য [illegible] চলিতে পারে, গবর্ণমেণ্ট [illegible] বিবেচনা করিয়া দেখিবেন [illegible] সমুদায় জমিদারের নিকট হইতে [illegible] গ্রহণ করিবেন। কিন্তু এক্ষণে তাহার [illegible] বৈপরীত্য লক্ষিত হইতেছে। জমিদারী [illegible] বার্ষিক ব্যয় নির্ব্বাহার্থে যত টাকার প্রয়োজন, জমিদারগণের [illegible] কর গ্রহণ করিলে তাহা ঠিক ঠিক উঠিতে পারে। গবর্ণমেণ্ট ইহার কিছুই বিশেষরূপ বিবেচনা করিয়া দেখিয়া কার্য্যে প্রবৃত্ত হন নাই। তাঁহারা সাধারণতঃ এইরূপ নিয়ম প্রচার করিয়া দিয়াছেন, ৫০ টাকার অধিক সদর মালগুজারদারের শ্রেণীস্থ সমুদায় জমিদারকেই শতকরা ২ টাকা করিয়া ডাক কর দিতে হইবে। গবর্ণমেণ্ট কোন্ সদ্বিবেচনানুসারী হইয়া এরূপ অসঙ্গত নিয়ম প্রবর্ত্তিত করিলেন, আমরা বুঝিয়া উঠিতে পারিতেছি না। শতকরা ২ টাকা করিয়া লইলে বৎসর বৎসর যত টাকা সংগৃহীত হইবে, তাহার সমুদায়ই কি ডাকখরচায় পর্য্যবসিত হইয়া যাইবে। অন্যান্য স্থানের কথা দূরে থাকুক, আমরা কেবল ঢাকার জমিদারী ডাকের আয়ব্যয় বিবেচনা করিয়াই এতৎ প্রশ্নের মীমাংসা করিতেছি। ঢাকায় বৎসর বৎসর ৯ লক্ষ টাকা সদর মালগুজারী আদায় হইয়া থাকে। ইহার মধ্যে ৫০ টাকার অধিক মালগুজারদারগণের মালগুজারীর সংখ্যা আনুমানিক ৫ লক্ষ টাকা ধরিয়া লইলাম। [illegible] ৯ লক্ষ টাকা হইতেই ৪ লক্ষ [illegible] ৫ লক্ষ টাকা অবশিষ্ট থাকে। শতকরা ২ টাকা হারে ডাক-কর [illegible] এই ৫ লক্ষ হইতে বৎসর বৎসর ১০০০০ টাকা সংগৃহীত হইবে। ইহাই ঢাকার জমিদারী ডাকের আনুমানিক বার্ষিক আয়। এক্ষণে ব্যয়ের বিষয়েও বিবেচনা করিয়া দেখা যাইক। সম্প্রতি ঢাকায় ১৪ টী থানা (?) আছে। আমরা ২০ টী থানা ধরিয়া লইলাম। প্রত্যেক থানায় [illegible] জন হরকরা নিযুক্ত রাখিলেই সুন্দররূপে কার্য্য চলিতে পারে। এই সকল হরকরার প্রত্যেকের মাসিক বেতন ৫ টাকা করিয়া ধরা যাইক, ইহাতে প্রতিবৎসর ৬০০০ টাকা ব্যয়িত হইবার সম্ভাবনা। অন্য বিশেষ বিশেষ অব্যয়ের খরচের নিমিত্ত আমরা ইহাতে আরো অতিরিক্ত ২০০০ টাকা যোগ করিয়া ৮০০০ করিলাম। ইহাই [illegible] জমিদারী ডাকের আনুমানিক ব্যয়ের [illegible]। আমরা সাহসপূর্ব্বক বলিতে পারি, ইহার অপেক্ষা অত্যধিক কদাচ অধিক ব্যয় লাগিবে না। পূর্ব্বস্বীকৃত আনুমানিক আয় ১০০০০ হইতে এই আনুমানিক ব্যয় ৮০০০) বাদ দিলে অবশিষ্ট ২০০০ টাকা থাকে। অন্য না [illegible] জমিদারী ডাকের আয় হইতেও [illegible] বর্ষে বর্ষে এরূপ কিছু কিছু উদ্বৃত্ত [illegible] সম্পূর্ণ সম্ভাবনা। তৎসমুদায় একত্র করিয়া ঠিক দিলে অন্ততঃ ৫০০০০ হাজার টাকার ন্যূন কদাচ হইবে না। বৎসর বৎসর এই অতিরিক্ত টাকাগুলি দিয়া গবর্ণমেণ্ট কি করিবেন? সার্ব্বজনীন ডাকের [illegible] কেবল সরকারি [illegible] ও পত্রাদি প্রেরণের [illegible] জমিদারী ডাককরের সৃষ্টি করেন। তাঁহারা অতিরিক্ত অর্থ সংগ্রহ করিয়া রাজকোষ পূর্ণ [illegible] অথবা অন্য কোন কামনা তাঁহার অভিপ্রেত [illegible]। তাহা যুক্তি সিদ্ধও নহে। তবে [illegible] কর্ত্তৃপক্ষীয়েরা কি নিমিত্ত সেই জমিদারী ডাকের ব্যয়ের অতিরিক্ত কর সংগ্রহ করিতে উদ্যত হইয়াছেন? তাঁহাদিগের এই [illegible] ব্যবহার নিবন্ধন জমিদারগণের মনে [illegible] অসন্তোষের সঞ্চার হইয়াছে। ইনকমটাক্স [illegible] অসন্তোষ [illegible] দূরীভূত হইয়া যাইতে না যাইতে আবার জমিদারী ডাককর উপলক্ষে [illegible] দারদিগকে তাদৃশ অসন্তুষ্ট করিয়া তুলা গবর্ণমেণ্টের কর্ত্তব্য নহে। আমরা গবর্ণমেণ্টকে [illegible] করি তাঁহারা সম্প্রতি যে নিয়মে জমিদারী ডাককর সংগ্রহ করিতে প্রবৃত্ত হইয়াছেন, তাহা [illegible] রহিত করিয়া ফেলুন এবং প্রত্যেক জেলার জমিদারি ডাকখরচের নিমিত্ত বর্ষে বর্ষে কত টাকার আবশ্যক, তাহা বিশেষরূপ বিবেচনা করিয়া দেখুন। তৎপরে তাহা জমিদারগণের নিকট হইতে হারাহারি মতে গ্রহণ করিতে [illegible] করুন। তাহা হইলে আর আমরা জমিদারদিগকে একপ্রকারেও এরূপ অসন্তুষ্ট দেখিতে পাইব না। আর যদি গবর্ণমেণ্ট সমুদায় [illegible] বিবেচনা করিয়া দেখিয়াই শতকরা ২ টাকা হারে ডাককর গ্রহণের নিয়ম প্রবর্ত্তন করিয়া থাকেন, তাহাতে বৎসর বৎসর যত টাকা সংগৃহীত হইবে তাহা হইতে [illegible] না থাকে, গবর্ণমেণ্ট জমিদারদিগকে তাহার হিসাব প্রদর্শন করিতেছেন না কেন? [illegible] শীঘ্রই জমিদারি ডাকের আয় [illegible] হিসাব প্রচার করিয়া দেওয়া [illegible]। তাহারা যতদিন এ বিষয়ে উদাসীন থাকিবেন ততদিন জমিদারগণের মনের উক্তরূপ অসন্তোষ কদাচ দূর হইবে না, আমরাও তাঁহাদিগের (গবর্ণমেণ্টের) প্রতি দোষারোপ করিতে ত্রুটি করিব না।

জমিদারী ডাকের অন্য একটী [illegible] দিগের নিতান্ত অপ্রীতিকর বোধ হইতেছে। নিয়ম হইয়াছে, যাঁহারা নিয়মিত [illegible] এক মাসের মধ্যে [illegible] ডাক করের টাকা আদায় না করিবেন, তাঁহাদিগের মালামাল ক্রোক করিয়া নির্দ্ধারিত করের দ্বিগুণ টাকা আদায় করা যাইবে। এক শরীকের কর বাকী থাকিতে অপর শরীকেরা কর আদায় করিতে পারিবেন না।

বোধ হয় গবর্ণমেণ্ট এই নিয়মটী [illegible] বার সময় জমিদারগণের বিভাগিকের [illegible] দৃষ্টি নিক্ষেপ করেন নাই। কেবল [illegible] ভিতের প্রতি দৃষ্টি করিয়াই উক্ত প্রবৃত্তি [illegible] য়াছেন। একজন শরীকের রাজস্ব বাকী থাকিলে সমুদায় জমিদারী নীলাম করিব, [illegible] একপ [illegible] হইতে বাহির হইয়াছিল, অনিয়মটীও উক্ত মস্তিষ্ক হইতে বাহির হইয়াছে, স [illegible] নাই। এতদ্দ্বারা সময়ে সময়ে অনেককে নিরর্থক বিলক্ষণ ক্ষতি সহ্য করিতে হইবে। দেশের জমিদারগণের মধ্যে „আপনার নাক কাটিয়া পরের যাত্রাভঙ্গ" কারীর শ্রেণীস্থ লোক অনেক আছেন। তাঁহারা অন্যান্য শরীককে [illegible] করিবার নিমিত্ত ইচ্ছা পূর্ব্বক আপনার দেয় রাজস্ব বাকী ফেলিয়া সমুদায় জমীদারী নীলাম করাইয়া দেন। তাক কর আদায়ের উক্ত নিয়মের দ্বারাও সচরাচর একপ ঘটনা ঘটি [illegible] নয়। এক শরীক অন্যান্য শরীককে অনর্থক [illegible] করিবার নিমিত্ত যথা সময়ে ডাককর আদায় করিবেন না। সুতরাং অন্যান্য শরীকেরাও তাহা আদায় করিতে পারিবেন না। [illegible] সকলেরই মামামাল ক্রোক হইয়া সকলের নিকট হইতেই দ্বিগুণ কর আদায় হইবে। [illegible] কি নিতান্ত পরিতাপের বিষয় নয়। [illegible] একজনের দোষে অন্যের [illegible] নিরর্থক দণ্ডবিধান করা কদাচ বিধেয় নহে। [illegible] জিদের স্থলতা গবর্ণমেণ্ট ইহা বিশেষরূপে [illegible] এই অবিবেক [illegible] পুনঃ পুনঃ [illegible] নহে পারি না। যাহা [illegible] পার্লেমেণ্টের নিকট আমাদিগের [illegible] এই, এক শরীকের ডাককর বাকী থাকিলে অন্যান্য শরীকেরা তাহা আদায় করিতে পারিবেন না। তাহারা এনিয়মটী রহিত করিয়া [illegible]। ইহা রহিত করিলে ডাক কর আদায়ের [illegible] কিছু গোল [illegible] ঘটিবার সম্ভাবনা নাই।

[illegible] আমরা এদেশের নিম্নশ্রেণীস্থ প্রজাগণকে এতদ্ব প্রস্তাবের [illegible] নিষ্কৃত না [illegible] পরিত্যাগ করিতে পারিলাম না। [illegible] ডাকের সহিত [illegible] কিছুই [illegible] কিন্তু তথাপি তাহাদিগকে তাহার [illegible] নির্ব্বাহের চাপে পড়িতে হইবে। অধিক [illegible] দের মধ্যে অনেকেই স্ব স্ব দেয় ডাকর দেয় [illegible] হইতে লোভাইয়া লইবেন। আমরা [illegible] বরাবর দেখিয়াছি জমিদারগণের এইরূপ অত্য [illegible] ব্যবহার দেখিয়া আসিতেছি। [illegible] স্থাপন করেন, তাহার অধিকাংশই নিম্ন শ্রেণীস্থ প্রজাগণের স্কন্ধস্থিত হইতে পারায় হয়। আর কতকাল আমরা এরূপ অন্যায়কাণ্ড দেখিতে থাকিব।

ঢাকাপ্রকাশ

পত্রপ্রেরকের প্রতি।

[illegible] ইংরাজ গবর্ণমেণ্ট এই [illegible] দ্বিগুণ করিয়া দিতে পারি বলিয়া প্রতারণা পূর্ব্বক কাছার [illegible] এক গ্রাম হইতে ৩,০০ টাকা সংগ্রহ করিয়া [illegible] করিয়াছে। উক্ত অতএব তাহা উপেক্ষিত হইল।

গিরিশচন্দ্র হালদার [illegible] (উহার মর্ম [illegible] সংস্কৃত [illegible] লওয়া হয়, [illegible] লওয়া হয় না, ইহা অন্যায় [illegible] রচনা ভাল হয় নাই বলিয়া পরিত্যাগ করা গেল।

গোবিন্দ চন্দ্র [illegible] সকলের [illegible] হইল না।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু।

অযোধ্যার তালুকদারদিগের মধ্যে যে জ্যেষ্ঠাধিকার প্রস্তাব প্রচলিত হইয়াছে, যাহা লর্ড অনেক বঙ্গদেশবাসী [illegible] অনুমোদন করিয়াছেন, তাহা আমার নিকটে ন্যায়সঙ্গত বলিয়া বোধ হইতেছে না। সত্য বটে, একটী স্থাবর সম্পত্তি বহুঅংশে বিভক্ত হইলে, সেটী পরিশেষে উচ্ছিন্ন [illegible] প্রায় হয়, সত্য বটে, বক্তা [illegible] হইলে, অনবরত বিবিধ বিবাদ বিসম্বাদ হইয়া থাকে [illegible] সত্য বটে, ভাবী অধিকারাধিকারিতা হওয়ায় অনেকানেক ব্যক্তি বিদ্যা-শিক্ষায় আস্থা ও যত্ন করেন না, কিন্তু একটী স্থাবর বস্তু [illegible] হইয়া যাওয়া যেরূপ অনিষ্টজনক কেবল এক জ্যেষ্ঠই সেই সম্পত্তির অধিকারী হইবেন, ইহাও তেমনি [illegible] নিয়ম। জ্যেষ্ঠ, মূর্খ কি কুক্রিয়াসক্ত হউন, তাহার প্রতি বিবেচনা করা হইবে না। কেবল তাঁহার বয়োজ্যেষ্ঠতার প্রতি লক্ষ্য থাকিবে, ইহা কি [illegible] নহে। বঙ্গদেশের লোক [illegible] মনে করিতে পারেন [illegible] বিদ্যা-শিক্ষায় [illegible] মনোযোগ হওয়া সম্ভাবিত, কেবল জ্যেষ্ঠ পুত্র অধিকারী হইলে তিনি কি মূর্খ ও বৈষয়িক কার্য্যে অনভিজ্ঞ হইবেন না? "আমিই এই [illegible] বের অধিকারী" মনে মনে এইরূপ সংস্কার থাকিলে কি বিদ্যা-শিক্ষায়, জ্ঞানোপার্জনে, ধর্ম্মাচরণে তাঁহার তাদৃশ প্রবৃত্তি জন্মিবার সম্ভাবনা? তাঁহার কি বিষয়কার্য্যে উদাসীন ও বিলাস পরায়ণ হওয়া সম্ভাবিত নহে? যদি তিনি মূর্খ বিষয়কার্য্যানভিজ্ঞ ও বিলাসপরায়ণ হইলেন, তাহা হইলে তাঁহার [illegible] সম্ভাবনা [illegible] নিয়মে আবার [illegible] হইবার সম্ভব। আমরা যেরূপ [illegible] জ্যেষ্ঠাধিকারের উল্লিখিত কারণে প্রতিবাদ করিতেছি, [illegible] এইরূপ একটী নিয়ম করিয়া দিন, [illegible] মধ্যে যিনি আপনার বিদ্যাবত্তা [illegible] বিষয়কার্য্যাভিজ্ঞতা ও সাধুচরিত্রতার [illegible] পরীক্ষা দিয়া উত্তীর্ণ হইতে পারিবেন, তিনিই [illegible] অধিকারী হইবেন। [illegible] পারেন, [illegible] কি করিতে হইবে? [illegible] একাধিক্রমে [illegible] কতিপয় হইতেন [illegible] তাহাদের মধ্যে যিনি [illegible] বিজ্ঞ ও বুদ্ধিমান [illegible] হইবেন। [illegible] পারে।

সোমপ্রকাশসম্পাদক

মহাশয়েষু

গত ১৬ই মাঘের সোমপ্রকাশে শ্রী [illegible] পত্রে শ্রীযুক্ত বাবু [illegible] ব্রাহ্মদিগের [illegible] করিয়া [illegible] প্রকাশিত হইয়াছে, সে বিষয়ে [illegible] সত্য [illegible] তাহা সম্পাদকের অবকাশাভাব [illegible] করি নাই, এক্ষণে প্রার্থনা [illegible] তে ব্রাহ্মধর্ম্ম ঘটিত কোন বিষয় [illegible] প্রকাশ করিতে হইলে [illegible] নিকট [illegible] কোন [illegible] আবশ্যক হইলে তাহা [illegible] হয় ইতি।

শ্রী [illegible] চন্দ্র [illegible]

কলিকাতা ব্রাহ্মসমাজ [illegible]

[illegible] মাঘ ১৭৮৩

[illegible] প্রস্তাবটী উত্তম বটে কিন্তু [illegible] বিষয়ে [illegible] অপেক্ষা [illegible] তিনি [illegible] বিজ্ঞের [illegible] অধিকারী [illegible] তিনি যদি আপনারা [illegible] হইতে বঞ্চিত হইবেন [illegible] থাকে, সেই ব্যক্তি [illegible] বিষয় পাইবেন [illegible] বিষয় পাইবার ব্যবস্থা হইলে [illegible] সম্ভাবনা আছে। [illegible]

প্রিয় সম্পাদক!

আপনি গত ২২এ পৌষের সোমপ্রকাশে [illegible]বকারির বিষয়ে যে প্রস্তাবটি লিখিয়াছেন [illegible]হা পাঠ করিয়া আপনার উপর অস্মদাদির [illegible]ভক্তির অনেক হ্রাস হইয়াছে। আপনি যে উকীল [illegible]লেখেন, আমি ভাবিয়াছিলাম আপনি তাঁটিকে [illegible]টি পান করেন। সম্পাদক দাদা! আমি মা-[illegible]ল হই নাই, আমি নাক কেবল বলিলে নাকে [illegible]ত দিতে পারি, দক্ষিণ হস্ত স্পর্শ কর বলিলে [illegible]ম হস্ত স্পর্শ করি না, আমার বিলক্ষণ জ্ঞান [illegible]াছে, তবে কিছু টিপ্ টিপ্ বটে। গবর্ণমেণ্টকে আপনি দোষ দিতেছেন কেন? আপনি বলিয়া[illegible]ছেন "এক ঢিলে দুই পক্ষি মারা" কিন্তু গবর্ণ[illegible]মেণ্ট আবকারি সম্বন্ধে এক ঢিলে তিন পক্ষি মারিতেছেন। প্রথম মদের একচেটে করিয়া অ-র্থাগম ধনলাভ করিতেছেন। দ্বিতীয় আপনা-[illegible]দের মত বিজ্ঞ ও সোমপ্রকাশ বক্তৃত লোকদিগের [illegible] বুদ্ধি করিতেছেন যে মদের কর ধার্য্য করা কেবল মদ খাওয়া নিবারণ নিবন্ধন। তৃতীয়। [illegible]দৃশ ব্যাক্তাদিগকে উৎসাহ দিতেছেন [illegible]র কি বাবা খুব খাও, অমুক ডেপুটি কালেক্টরের [illegible]দের মদের আয় বৃদ্ধি না হওয়া তাহাকে [illegible]রোপ করা গিয়াছে, অমুক ডেপুটিকালেক্টর আমাদের দল বৃদ্ধি করিয়াছেন বলিয়া প্রোমো-শন পাইয়াছেন, এবং তোমাদের অধিক দূর যাইতে হইলে ক্লেশ হয় বলিয়া তোমাদের বা-টীর নিকটে নিকটে ডিসটিলারি নির্ম্মিত হইয়া-ছে। আপনি যা বলুন তা বলুন, গবর্ণমেণ্ট আ-মাদের যথেষ্ট হিতকারী। আমাদের সংখ্যা বৃদ্ধির জন্য গবর্ণমেণ্ট যে আয়াস পাইতেছেন তাহাতে [illegible] কত বাধিত তাহা আপনি কি বুঝিবেন? [illegible]পূর্ব্বে প্রায় দশক্রোশ পথ গিয়া কর্ম্মাকে আনিতে হইত, এখন যে দিকে চাই সেই দিকে [illegible]টি রাস্তায়। এক দিকে দুই ক্রোশ, এক দিকে [illegible]ক্রোশ অন্তর সোপান কত শত করিতে-ছে। বুঝিতে পারিয়াছেন? গ্রামের নিকটে দু-ই দুইন ভাটি প্রতিষ্ঠিত হইয়াছে। ইহাতে [illegible]নার কাছে আদিম পাইতাম না, একারণ সে-[illegible]র পক্ষ দুর্ভাগ্যতঃ। দয়ালু গবর্ণমেণ্ট পথ [illegible]র হাত হইতে বাঁচাইয়াছেন। সম্পাদক [illegible]দা! আপনি বৈদিক তাহা বেদান্তবাগীশ [illegible]দিগকে জানাইয়াছিলেন, তাহার কারণ এই [illegible]পূর্ণ মহৎ লোকে বৈদিকের দলভুক্ত, বৈদিক [illegible]দের বড় ভাব। আমি যদি কখনো এ পরি-[illegible] দিতে পারিতাম যে আপনি আমাদিগের দল-ভুক্ত হইলে আমাদের দলের গৌরবের প-রিসীমা থাকিত না। যাহা হউক যদি আপনি আমা-দের দলভুক্ত [illegible] হন না, পারেন আপনার পরিশেষ সমুদের আগ্রে "অক্ষয়.. ইত্যাদি, কিন্তু আপনার সে স্তব করা বৃথা। কারণ [illegible] বোতলাদক আ-মার নেশার অধিক প্রিয়তম আছে। আমার কোন প্রিয় বন্ধু—যাঁর মধ্যে মহাজনমণ্ডলীর মধ্যে [illegible] অত্যন্ত প্রকাশ করে বলিয়া-ছিলেন "আমি দুধ চুমুক দিয়াও থাকিতে পারি, ভাত দিয়াও থাকিতে পারি"। আমিও সেইরূপ বলিতেছি আমি নিশিতে পান করিতে পারি, দিবাতেও পান করিতে পারি। একদিন হুতোমপেঁচার সমভিব্যাহারে গঙ্গাতীরের অ-ট্টালিকায় পদার্পণ করিয়াছিলাম ইংরাজি এক ঘণ্টার মধ্যে সেরিসামপিনে সেরি হইয়া পড়ি-লাম। বাবু আমার খোল আর মানপিন দিয়া হড়কান্। কিছুকাল পরে আসিডিটি নিবারণা-র্থ ইংলণ্ড [illegible] অর্থাৎ ব্রাণ্ডির প্রার্থনা করিলাম। তৎক্ষণাৎ ব্রাণ্ডি পানি আ-মার হস্তগত হইল। [illegible] যেমন কীলাল মিশ্রিত জীবন [illegible] আমি ব্রাণ্ডি মধ্য [illegible] সোডায়। ব্রাণ্ডিতে জল দিতে দেখিয়া আমি অবাক হইলাম এবং সজলনয়নে বলিলা-ম "এতে আমি হৈবতেয় বড়বাড়ীতে ডিনার ক-রিতে আসিয়াছি, [illegible] নিমন্ত্রণে আসি না-ই।" এই কথায় হস্ত হইতে কাচ পাত্র আচড়া-ইয়া ফেলিলাম এবং স্বয়ং টেবিলের উপরাকার সাতে তিন হাত হইলাম। অতএব আপনি বি-লাতি মদের ক্রমশঃ রহিত করিবার ইচ্ছা করিয়া আমার কত অনিষ্ট করিতেছেন তাহা অবহিত হইয়া অনুধাবন করুন। এক ভট্টাচার্য্য ব্রাহ্মণের তরুণ বয়স্কা ব্রাহ্মণী আপনার সৌন্দ-র্য্য হেতু বহুসংখ্যক বাঁশটা কাটিয়াছিলেন। [illegible] ভট্টাচার্য্য [illegible] উক্ত হইয়া তাঁহাকে ভর্ৎসনা করিলেন ব্রাহ্মণী বাঁশটা [illegible] সোনামুখীর ভট্টাচার্য্যের ঘরে ভাল দেখায় না। ব্রাহ্মণী অভিমানে উত্তর দিলেন "[illegible] বাঁশটি তুলে দিলি রাখো।" আ-পনি যখন ভাটি তুলে দেন, সেরি শ্যাম্পিনের আমদানি বন্ধ করেন, তবে আমাদের জন্য কি কাঁচা কামানিল ব্যবস্থা করিবেন? এখন মন খুলে গিয়াছে আপনাকে একটী কথা জিজ্ঞাসা করি বাঙ্গালা সংবাদ পত্রে কি ভাল কাগজ দিতে নাই? কাগচ ভাল যোগা ইচ্ছা তাই (১)

(১) সোমপ্রকাশের কোন অংশে কোন দোষ ও ত্রুটি না থাকে সম্পাদকের আন্তরিক এ চেষ্টা আছে। আয় বৃদ্ধি সহকারে যত ইহার অবস্থার উৎকর্ষ হইবে, ততই ইহার উৎকর্ষ পাঠকগণের নয়ন গোচর হইবে। স।

পরমপূজনীয় শ্রীযুক্ত সোমপ্রকাশ
সম্পাদক মহাশয়েষু!

উৎকোচ গ্রহণ যে দুর্ভাগ্য আমলাগণের একটি প্রধান রোগ, তাহা বঙ্গদেশমাত্রেই সর্ব্বত্র বিদিত আছে। কিন্তু শ্রীহট্টে সেই রোগ এক প্রকার মেধাচার হইয়া উঠিয়াছে। এখানকার বড় আদালত সকলের দূষিত অবস্থার বিষয় গবর্ণমেণ্ট পর্য্যন্ত জানান হইয়াছে; কিন্তু দুর্ভাগ্য প্রজালোকের যে আমলাদের হস্তে পরাজিত দুর্দশা হইতেছে তাহা কেহ দেখিয়াও দেখিতেছেন না শুনিয়াও শুনিতেছেন না।

অল্প দিবস হইল আমি এখানকার কালেক্টরিতে কতক টাকা রাজস্ব দিতে গিয়াছিলাম। গৃহে প্রবেশ করিয়া আমলাদিগের দৌরাত্ম্য দেখিয়া একবারে হতাশ হইলাম। দেখিলাম প্রত্যেক জেলাদার, একশত টাকা রাজস্বের উপর ॥০ আনা, তহসীলদার ।০ আনা, [illegible] উরির মহুরি ।০ আনা নজর পাটোয়ারি [illegible] অংশ, পোদ্দার ১ টাকা দিলিলদার ॥০ আনা না পাইলে চালানে থাকর, কি টাকা জমা কি নম্বর রেজেষ্টরি ইত্যাদি করেন না। যদি কেহ এ সকল না দেন, তিনি প্রাতঃকালাবধি সায়ংকাল পর্য্যন্ত দণ্ডায়মান হইয়া বারবার বিনতি করিলেও তাহারা ফিরিয়া চাহে না; যিনি সত্বর দক্ষিণা দেন তাঁহার দুই মিনিটের মধ্যেই [illegible] কার্য্য সাধন হয়। প্রধান জমীদারেরা [illegible] খরচ দিতে বড় কুণ্ঠিত হন না, [illegible] চারিগণও বড় পরাভব হন না। কিন্তু [illegible] তালুকদার ও রায়তলোকেরই দুঃখ। [illegible] কথা বোধ করি বিচারকদিগেরও [illegible] গোচর নহে, কিন্তু কেহ ইহার [illegible] করিতে সচেষ্ট হন না। অতএব আমি [illegible] কালেক্টর শ্রীযুক্ত টেইলর সাহেব, ও বাবু যদুনাথ বসু ও কালিকাদাস [illegible] ডিপুটি-কালেক্টরদিগকে নিতান্ত বিনয় ও প্রার্থনা করিতেছি, তাঁহারা কালেক্টরির সিরিস্তাদার, পেস্কার, নাজির, ও প্রধান প্রধান জমীদার ও মিরাসদারদের গোমাস্তাদিগকে তলব দিয়া তাহাদের জবানবন্দি গ্রহণক্রমে কালেক্টরির লম্বোদর অর্থগৃধ্নুদিগের উৎকোচ রোগের চিকিৎসা বিধান করেন।

শ্রীহট্ট।
৫ মাঘ। ১২৬৯

কস্যচিৎ [illegible]
তালুকদারস্য।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহোদয়েষু।

[illegible] এই গ্রামে যে একটী গবর্ণমেণ্ট [illegible] আছে তাহার কর্ম্মচারিগণের এত দিন [illegible] বোধ ছিল না। সম্প্রতি [illegible] [illegible] এক জন [illegible] আসিয়াছেন, তাঁহার সঙ্গে যে [illegible] আছেন [illegible] আচার ব্যবহার [illegible] বোধ হয় যে তাঁহার ১৭৭২ [illegible]! এই [illegible] মাটির দেবতার [illegible] মধ্যেই সুখের বশে [illegible] শঙ্কা করেন না। [illegible] কি, শাসন কর্ত্তার [illegible] রহিত হইত।

দ্বিতীয়তঃ। [illegible] বাবু অভয়কুমার [illegible] পুরুষ সংবাদ [illegible] চিকিৎসা [illegible] কাছে গিয়াছে [illegible] পাদে এমচার্জ্জ [illegible] হরের জন্য [illegible] নিয়া সুলতবি! [illegible] যেন

তৃতীয়তঃ [illegible] প্রায় এক মা[illegible] [illegible]

[illegible]

হইয়াছেন এবং শীঘ্র মফস্বলে গমন করিবেন। [illegible] মধ্যে [illegible] থাকিয়ার উপযুক্ত লোক নির্ব্বাচন করিবেন। যে কয়েকটী [illegible] আগত হইয়াছেন, শ্রীযুক্ত বাবু জগৎচন্দ্র গঙ্গোপাধ্যায় তাহার অন্যতর। জগৎ বাবু [illegible] পাঠকগণের নিকট নিতান্ত অপরিচিত নহেন. তিনি [illegible] জজ সাহেবের নিকট [illegible] [illegible] আচরিত [illegible] হইয়া [illegible] এবং [illegible] গমন করিয়াছিলেন বোধ হয় এতাবন্মাত্র বলিলেই আপনার পাঠকগণ জগৎ বাবুকে [illegible] পারিবেন। জগৎবাবুর আগমন মেদিনীপুরের পক্ষে শুভজনক সন্দেহ নাই [illegible] অল্প দিন মাত্র আসিয়াই একটি [illegible] করিয়াছেন তাঁহার উদ্যোগে গত [illegible] এতন্নগরীয় বাঙ্গলা বিদ্যালয়গৃহে [illegible] ব্যক্তিগণের শিক্ষা দান জন্য একটী সায়ংকালীন বিদ্যালয় সংস্থাপিত হইয়াছে। অত্রত্য গবর্ণমেণ্ট বাঙ্গলা ও ইংরাজি উভয় বিদ্যালয়ের শিক্ষকগণ এবং [illegible] কতিপয় ভদ্রব্যক্তি দ্বারা উহার [illegible] কার্য্য পর্য্যায় ক্রমে নির্ব্বাহিত হইতেছে। জগৎ বাবুর এই অনুষ্ঠান জন্য আমরা তাঁহাকে শত শত ধন্যবাদ প্রদান করি [illegible] মেদিনীপুর [illegible] [illegible] নির্ব্বাহ করি [illegible] ইহাই আমাদিগের অভিলষণীয়!

[illegible] প্রদ [illegible]

মেদ[illegible] হইতে
[illegible] ১৮ জানুয়ারি

মূল্যপ্রাপ্তি।

শ্রী বাবু দীননাথ ধর [illegible]
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত [illegible]
" " মহিমচন্দ্র মজুমদার [illegible]
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ [illegible]
" দীনদুরুর আলী জমীদার সাহেব [illegible]
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত ১০
" " অখিলচন্দ্র দত্ত মেদনীপুর
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ৫
" " অযোধ্যালাল পাল মেদনীপুর
১২৬৮ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ৫
" " নবীনচন্দ্র নাগ মেদনীপুর
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ৫
" " ব্রজসুন্দর মিত্র ঢাকা জেলাইস্কুল
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত ১০
" " যদুনাথ মিত্র [illegible]
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত [illegible]
" " সারদাপ্রসাদ ভট্টাচার্য্য [illegible]
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত
" " [illegible]গঙ্গোপাধ্যায় [illegible]
১২৬৯ মাঘ হইতে [illegible] পর্য্যন্ত
" " রামকুমার [illegible] সংস্কৃত কালেজ
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ মাঘ পর্য্যন্ত

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটী
বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে [illegible] কাগজ প্রেরণ করা যায় না।

ইহার অগ্রিম মূল্য বার্ষিক [illegible] সিক ৫॥ টাকা, ছয় মাসের মূল্য [illegible]

যাঁহারা সোমপ্রকাশের [illegible] পাঠান তাঁহারা এক অথবা [illegible] মূল্যের ও রসীদের টিকিট [illegible]

যখন তিনি [illegible] মূল্য পাঠান [illegible] হবেন

পূর্ব্ব প্রদত্ত মূল্যে। [illegible] না [illegible] হইতে [illegible] করেন।

যাঁহাদিগের মূল্য [illegible] সময় [illegible] সম্পূর্ণ [illegible] হইবে, [illegible] পাঠান [illegible] কলিকাতা সংস্কৃত কা[illegible] চিঠি [illegible]

[illegible] পরিত্যাগ করি[illegible] না জানাইলে [illegible]

[illegible] সোমপ্রকাশে বিজ্ঞাপন দিতে ইচ্ছা করিলে তাঁহাকে প্রথম বার প্রতি পংক্তি ৵০ আনা দ্বিতীয় ও তৃতীয় বার /১০ আনা করিয়া দিতে হইবে তাহার পর /০ আনা করিয়া লওয়া যাইবে।

মফস্বলের যাঁহারা মসর্থ হইবেন, তাঁহাদিগের স্বতন্ত্র ডাকমাসুল দিতে হইবে।

এই পত্র কলিকাতার পূর্ব্ব বাঙ্গালা রেলওয়ের [illegible] চাঙ্গড়িপোতার [illegible] বিদ্যাভূষণের বাটীতে [illegible]

সোমপ্রকাশ

" প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং।"

৫ ভাগ। ১৩সংখ্যা। { সন ১২৬৯। ২৮এ মাঘ। ইং ১৮৬৩। ৯ ফেব্রুয়ারি { মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশের অবয়ব বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞাপন।

অদ্য অবধি সোমপ্রকাশের আর এক পৃষ্ঠা বৃদ্ধি হইল। অতঃপর যাঁহারা মাসিক মূল্য দান করিবেন, তাঁহাদিগকে ৷৷৹ সাড়ে পাঁচ টাকা দিতে হইবে। বার্ষিক অগ্রিম মূল্য (১০ টাকা) অপরিবর্ত্তিত রহিল। মফস্বলের গ্রাহকদিগকে স্বতন্ত্র ডাক মাসুল দিতে হইবে; বার্ষিক ডাক মাসুল ৬।০ কিন্তু যাঁহারা মূল্য প্রেরণ সংক্রান্ত চিঠি রেজেষ্টরী করিয়া দিবেন, তাঁহারা তাহার ব্যয় (চারি আনা) বাদ পাইবেন। যাঁহারা স্বতন্ত্র ডাক মাসুল দিতে অসমর্থ হইবেন, জানাইবেন, আমাদিগের হৃৎপ্রত্যয় হইলে তাঁহাদিগকে মাসুল দিতে হইবে না।

বিজ্ঞাপন।

ফরিদপুর জিলার অন্তঃপাতী বাটকেমারি সংযুক্ত [illegible] নামে যে পত্তনি তালুক আছে, তাহা দরপত্তনি দেওয়া অথবা বিক্রয় করা যাইবে। যাঁহার সেই তালুক দরপত্তনি লইবার অথবা ক্রয় করিবার ইচ্ছা আছে, তিনি কলিকাতায় জাক্‌ন কিনর কোম্পানির নিকট আবেদন করিলে সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিবেন।

বিজ্ঞাপন।

পোর্টরুল।

অর্থাৎ জলপথে কলিকাতার সীমামধ্যে যাতায়াতের নিয়ম।

সরকার বাহাদুরের অনুমত্যনুসারে সর্ব্বসাধারণকে জ্ঞাত করা যাইতেছে যে অদ্য তারিখ অবধি সুলুপ, জাহাজ, মালবোট, ডিঙ্গি, বজরা, এবং উপর মুলুকের নৌকা সকল এই হুগলি নদীতে রাত্রিযোগে কলিকাতা সীমা মধ্যে যাতায়াতকালীন সম্মুখে লণ্ঠনের ভিতর আলো রাখিবেক অর্থাৎ যেস্থানে রাখিলে দূর হইতে স্পষ্ট দৃষ্টি হয়, যদ্যপি উক্ত নিয়মের অন্যথা হয় তবে একশত টাকা (১০০) জরিমানা দিতে হইবেক।

ইং ১৮৬৩।

জলপথে প্রবেশের নিয়ম কর্ত্তা
কলিকাতা।

বিজ্ঞাপন।

রামবাবু, হরু ঠাকুর, রামু নৃসিংহ, গৌর কবিরাজ, নিত্যানন্দ বৈরাগী, কৃষ্ণমোহন ভট্টাচার্য্য প্রভৃতি প্রাচীন কবিওয়ালাদিগের উত্তম উত্তম গানগুলি সংগৃহীত ও একত্রিত করিয়া মুদ্রিত করা গিয়াছে। পুস্তকের মূল্য ১ এক টাকা মাত্র।

কলিকাতা।

সংবাদ প্রভাকর যন্ত্রে [illegible]

[illegible] গোপাল চট্টোপাধ্যায় এবং কোং

সোমপ্রকাশ।

[illegible]

গত মেইলে বাবু শম্ভুনাথ পণ্ডিতের সনন্দ আসিয়াছে। গত সোমবার তিনি তাহা প্রাপ্ত হইয়া হাইকোর্টের বিচারাসনে আসীন হইয়াছেন। শম্ভুনাথ বাবু প্রথমে অতি সামান্যরূপ শিক্ষা পাইয়াছিলেন, তিনি কেবল আপনার অসামান্য পরিশ্রম, উৎসাহ, অধ্যবসায় ও বিশুদ্ধ ব্যবহার দ্বারা ক্রমে উন্নত পদস্থ হইয়া [illegible] উচ্চতম পদ লাভ করিলেন। [illegible] দুটি বিষয়ে মহৎ দৃষ্টান্তস্থল হইল। [illegible] ইংলণ্ডেশ্বরীর প্রজার প্রতি [illegible] নাই; যিনি আপনার গুণবত্তা ও [illegible] পরিচয় দিতে পারিবেন, তিনিই [illegible] কটে আদরণীয় হইবেন বর্ণ ও জাতি [illegible] প্রতিবন্ধক হইবে না। দ্বিতীয়, [illegible] শম্ভুনাথ বাবুকে আদর্শ করিয়া [illegible] পূর্ণচিত্তে উৎকৃষ্ট গুণাদির [illegible] শীল হইবেন। শম্ভুনাথ বাবু [illegible] সামান্যরূপ শিক্ষা লাভ করিয়াও [illegible] যত্নে যদি এত দূর করিয়া তুলিলেন, [illegible] দিগের উপাধিধারী যুবক [illegible] ইহা অপেক্ষা মহত্তর দৃষ্টান্ত [illegible] দিগকে অবস্থাপিত করিতে [illegible]

জমীদারির বাকে আদায় কাহাকে বলে?

এক জন পত্র প্রেরক [illegible] উপরি লিখিত প্রশ্নটি জিজ্ঞাসা [illegible] ন। এই প্রশ্নের ভাবে বোধ [illegible] জমীদারেরা "বাকে আদায়" বলিয়া [illegible] তার নিকট হইতে যে অবৈধ অর্থ [illegible] করেন, তাহা সাধারণের গোচর [illegible] জমীদারদিগের অন্যায় ব্যবহারের [illegible] চয় দেওয়া পত্রপ্রেরকের [illegible] প্রেক, বাকে আদায় কাহাকে বলে [illegible] জানা সেরূপ নহে। [illegible]

রের যত বিবাদ বিসম্বাদ হয়, এই বাজে
দায়ই তাহার একটী প্রধান কারণ।

বাজে আদায় যে প্রজাদিগের অধিক
র ক্লেশকর হয়, তাহার আর একটী
শেষ কারণ আছে। ঐ অর্থ কেবল জমী
রের কোষগৃহভুক্ত হয় না। নায়েব
মস্তা প্রভৃতি উহার আরো অনেক অংশী
াছেন। বোধ কর, জমীদার পিতার
াদ্ধ কৃত্য উপলক্ষে প্রজার নিকটে একটি
কা চাহিলেন। যে প্রজাকে সেই চাঁদার
ক টাকা দিতে হইবে, সে গমস্তাকে টাকা
তি ন্যূন কল্পে ৵০ আনা না দিয়া নি
্তি পাইতে পারে না। ঐরূপ নায়েব ও
দাতিক প্রভৃতিরও অংশ আছে

এস্থলে নায়েব ও গমস্তার কিঞ্চিৎ
রিচয় দেওয়াও অতিশয় আবশ্যক হই
ছে, তাহা হইলে পাঠকগণ অনায়াসে
ঝিতে পারিবেন, কিরূপ অদ্ভুত প্রণালী
জমীদারীর কার্য্য চলিতেছে। নায়েব
গমস্তা জমীদারের কর্মচারী। তাঁহারা
ফস্বলে থাকেন। প্রজার সহিত তাঁহাদি
রই সতত ও সাক্ষাৎ সম্বন্ধ। গমস্তা
াজমা আদায় করেন। তাঁহার অধীনে
ক এক জন পাইক থাকে। নায়েব গম
াদিগের কার্য্য ও জমীদারদিগের মক
ল সংক্রান্ত অন্য অন্য কার্য্য দর্শন
রেন। এক এক নায়েবের অধীনে ৫। ৭
[illegible] তাহারও অধিক গমস্তা থাকে। [illegible]
া ও নায়েবদিগের ক্ষমতা ও বেতনের
[illegible] করিলে ইহার অনভিজ্ঞ পাঠক
[illegible] হইবেন। ২৪ পরগণায় সচ
[illegible] পাওয়া যায়, গমস্তারা
[illegible] ৩। ৪ টাকা বেতন পাইয়া থাকেন,
অন্য অন্য জিলায় ২ ও ১ টাকাও আছে।
য়েবের বেতন সচরাচর ২০। ২৫ টাকাই
ইয়া থাকে, ঊর্দ্ধ সংখ্যা ৪০। ৫০ টাকা।
ঠকগণ কি বিবেচনা করিতেছেন, ইহাঁ
কি এই অল্প বেতনেই পরিতুষ্ট থাকে
ইহাতেই কি ইহাদিগের দিন নির্ব্বাহ

হয়? ইহা অপেক্ষা কি ইহাঁদিগের আর
অধিক উপার্জ্জন নাই? আমরাই উত্তর দি
তেছি, আরো অনেক উপার্জ্জন আছে। এক
টাকা মাসিক বেতন পাইয়া কি এক জন
গৃহস্থের কখন চলিতে পারে? গমস্তারা
উদাসীন নহেন, তাঁহাদিগের পুত্র কলত্রা
দি আছে, তাঁহাদিগের গৃহে নিত্য নৈমি
ত্তিক ক্রিয়ার অনুষ্ঠান হইয়া থাকে, কোন
কোন ব্যক্তি দুর্গোৎসব ও শ্যামাপূজা প্র
ভৃতিও করেন। এ সকল কি ব্যয় বিনা সম্পা
দিত হইবার সম্ভাবনা আছে? নায়েবেরা
উচ্চ পদস্থ, তাঁহাদিগের আবার সেই পরি
মাণে ঐ সকল কার্য্যে অধিক ব্যয় হইয়া
থাকে। সে সমুদায় ব্যয়ই তাঁহারা প্রজার
নিকট হইতে সংগ্রহ করিয়া লন।
জমীদার ও নায়েবদিগের ন্যায় গমস্তাদি
গেরও আবওয়াব আছে। তদ্ভিন্ন তাঁহাদি
গের একটী নির্দ্দিষ্ট আয় আছে। তাহারা
বার্ষিক যত টাকা আদায় করেন, তাহার
প্রতি টাকায় হিসাব আনা বলিয়া ৶০
আনা করিয়া লইয়া থাকেন।

পাঠকগণ গমস্তাদিগের যেমন সামান্য
বেতনের কথা শুনিলেন, তাঁহাদিগের ক্ষ
মতা কিন্তু তেমন সামান্য নয়। তাঁহাদিগে
র ক্ষমতার সীমা নাই, তাঁহারা আইন কি
আদালত মানেন না। যে প্রজা খাজনা অর্থ
বা গমস্তাদিগের অংশ দিতে বিলম্ব করে,
তাহাকে (গমস্তারা ইতর লোককেই এইরূপ
প্রহারাদি করে, ভদ্র প্রজার সহিত এরূপ
ব্যবহার করিতে সাহসী হয় না) উপানৎ
প্রহার করা গমস্তাদিগের সহজ (এখন
অনেক কমিয়াছে বটে তথাপি অন্যের
পর্য্যন্ত) কথা। প্রজারা তাঁহাদিগকে যম
স্বরূপ দেখে। তাঁহাদিগের হাতের ন্যায়
মুখেরও বিলক্ষণ গুণ আছে। মুখ এমনি
পবিত্র যে প্রজাদিগের সহিত ব্যবহার
কালে তাহাদিগের বাক্য শ্রবণ করিলে
কর্ণে হাত (গমস্তারা একে অশিক্ষিত,
তাহাতে সতত ইতর লোকের সহিত সং

সর্গ, এরূপ হওয়া যত আশ্চর্য্যের বিষ
নয়) দিতে হয়। নায়েবদিগের ক্ষমত
আবার ইহার বহু গুণে অধিক। এক এক
নায়েবের অধীনে ৫। ৭ জন গমস্তা থাকে
সেই ৫। ৬। ৭ জন গমস্তার প্রত্যেকের য
ক্ষমতা, তাহা একত্র করিয়া যত হয়, এ
নায়েব তত ক্ষমতা ধারণ করেন

গমস্তা ও নায়েবদিগের বার্ষিক আ
কত, অবিদিতবৃত্তান্ত পাঠকগণ বো
হয়, এখনও স্পষ্ট করিয়া বুঝিতে পারে
নাই। গমস্তারা সচরাচর বার্ষিক ২। ৩
শত এবং নায়েবেরা ২। ৩ হাজার টাক
উপার্জ্জন করেন। ইহা ন্যূন কল্প উপ

কোন কোন গমস্তা ও নায়েবে
ইহা অপেক্ষা অধিক হয়। জমীদারদি
গের ন্যায় নায়েবেরাও প্রজাদিগের নি
ট নজর পান, এবং পুত্রাদির অন্নপ্রা
নাদির কালে চাঁদা করিয়া থাকেন।

আমরা সংক্ষিপ্ত কাষ্ঠরূপে বাজে অ
দায়ের স্বরূপ পাঠকগণের হৃদয়ঙ্গম ক
রা দিবার নিমিত্ত গমস্তা ও নায়েবদিগে
বৃত্তান্ত এত বিস্তারিত করিয়া লিখিলাম
এক্ষণে যে যে বাবে জমীদারদিগের বাজে
আদায় হইয়া থাকে, তাহার একটী তা
দেওয়া যাইতেছে।

১। প্রজায় প্রজায় বিবাদ করি
জমীদারের নিকট উপস্থিত হইলে জমী
দার যাহাকে অধিক অপরাধী বোধ কর
তাহার অর্থ দণ্ড (জমীদারের নিকট
প্রহারাদি দণ্ডের অপেক্ষা অর্থ দণ্ডের
প্রাধান্য) করিয়া থাকেন। যাঁহাদিগে
লোভ রিপুটী কিঞ্চিৎ প্রবল, তাঁহারা উ
য়ের নিকট হইতেই কিঞ্চিৎ কিঞ্চিৎ গ্র
করেন।

২। উৎসব, পিতৃ মাতৃ কৃত্য অথ
পুত্রাদির অন্নপ্রাশনাদির উপলক্ষ করি
চাঁদা

৩। পতিত ভূমির ধানের জমা।
৪। মাছের জমা।
৫। কোন কোন জমীদার, লো

[illegible]

[illegible] ছলে [illegible] বলিয়া কখন [illegible] কিছু কিছু [illegible]

[illegible] জমীদারের [illegible] কিছু কিছু [illegible] জমীদারের [illegible] আইনে [illegible] দেন, এবং জমীদার [illegible] জমীদারীতে খাস অবধিও পরিয়া [illegible]

[illegible] পূর্ব্ব কালের জমীদারদিগের [illegible] বৃদ্ধি হইয়া [illegible] পূর্ব্বে বিবাহ ক[illegible] রাইয়তেরা [illegible] আরোহণ [illegible] না, এবং [illegible] পালকীতে [illegible] ব্রাহ্মণের [illegible] জমীদার [illegible] কিছু দিতে হয়।

আমরা দেখিতে পাইতেছি, নীলকর[illegible]দের ন্যায় জমীদারদিগের উপরেও [illegible]ন লোকের দৃষ্টি নিপতিত হইতেছে। [illegible] এবং তাঁহাদিগের অত্রে সাবধান হওয়াই [illegible]ত। আমরা উপরে গমস্তা ও নায়েব[illegible]দের যে ব্যবহারের বৃত্তান্ত বর্ণন করিলা[illegible] জমীদারেরা একবার স্থির ও [illegible] চিত্তে বিবেচনা করিয়া দেখুন দেখি [illegible] কত বড় অনিষ্ট ঘটিতেছে কি না। [illegible] আপনাদিগের শরীরের শোণিত শুষ্ক [illegible]রা যে অর্থ উপার্জ্জন করিতেছে, [illegible] তাহার সমুদায় ভোগ করিতে [illegible]তেছে না। জমীদারেরা [illegible] [illegible] গমস্তা ও নায়েবদিগকে তাহা[illegible]দের মধ্যে ছাড়িয়া দিয়াছেন। তাহাদি[illegible] যে কেবল অর্থক্ষয় হইতেছে এরূপ [illegible] গমস্তা, নায়েব ও পাইকদিগের দুর্ব্য[illegible]র দর্শন ও দুর্ব্বাক্য শ্রবণ দ্বারা তাহা[illegible]দের চরিত্রও দূষিত হইয়া যাইতেছে। [illegible]দিগের অনিষ্ট হইলে সে অনিষ্ট [illegible] সেটী কি জমীদারের অনিষ্ট নয়? [illegible] জমীদারদিগের সর্ব্বস্ব। অতএব আমি [illegible] করিয়া আপনারা [illegible] অনিষ্ট প্রাপনা [illegible] করিতেছেন [illegible] অনিষ্ট নিবারণের

[illegible] ক্ষেত্রে যাহার অগ্রে [illegible] করে, তাহা [illegible] [illegible] সকল [illegible] মহামান্যের অনুগ্রহে [illegible] সংস্থাপন হয়, তাহা [illegible] হইলেই [illegible] যে গুরুতর ভার সমর্পণ করিয়াছেন, তাহা যথার্থরূপে প্রতিপালিত হইবে এবং অল্প কাল মধ্যে প্রজাদিগকে সৌভাগ্যশালী দেখিতে পাইবে। প্রজাদিগের সৌভাগ্য [illegible] কি বোম্বাইয়ের [illegible] কাল [illegible] রাখিতে হইলে [illegible] হইবে, সে অর্থ কোথায় পাইবে? [illegible] অনেক [illegible] আছে, [illegible] সেই উপায়ের কথা উল্লেখ করা [illegible] [illegible] প্রয়োজন হইবে না, [illegible] ব্যয় করিয়া [illegible] অনেক অর্থ [illegible] হইতে পারিবে, [illegible] হইবে [illegible] [illegible] যে [illegible] [illegible]

[illegible] আমি [illegible] পারি [illegible] এক এবং [illegible] অনুসন্ধান করিয়া [illegible] আপনাকে [illegible] করিতেছি যে আপনি অনুগ্রহ করিয়া [illegible] অধীনের অভিলাষ পূর্ণ করেন। [illegible]

কলিকাতা। ৬ মাঘ।

(বাঙ্গালিদের মহাত্মা।)

সূর্য্য কিরণ যেখানে সাক্ষাৎ সম্বন্ধে পতিত না হয়, প্রতিফলিত হইয়াও [illegible] অন্ধকার বিনষ্ট করে, [illegible] রূপ এ দেশের যেখানে সাক্ষাৎ সম্বন্ধে প্রবেশ করিতে অসমর্থ হইয়াছে, [illegible] কনন দ্বারাও [illegible] অজ্ঞানান্ধকার দিনা

[illegible] সকল [illegible] আমরা [illegible] কোন [illegible] হউন, [illegible] দিতে পারি [illegible] রাজাদের মধ্যে [illegible] ইউরোপে [illegible] মহাত্মা [illegible] সংস্কৃত অধিকাংশ [illegible]

...র এবিষয়ে ... । ... ভূমিকার কর্ত্তব্য নির্দ্দেশ করিয়া দি... [illegible] ... হইয়াছে। ... [illegible] ... তাঁহার কর্তাকুসারী হইয়া ... [illegible] ... স্বাধীন ভাব ... করিয়াছেন। সম্প্রতি ... [illegible] ... ভূমিকার অধিকারী ... [illegible] ... করিয়াছেন, ... [illegible] ... করিয়া পারিবেন তাহাদিগের ... করিয়াছেন। ... [illegible] ... আবশ্যক হয়, ... ইহা ... [illegible] ... বিষয়ে ... এপ্রকার মত করিবার ... করিবেন ইহা কিছু আশ্চর্য্য নহে; ... যে দিকে তাঁহার ... করিয়াছেন; ... তাঁহার সবিশেষ ... বিষয় ... পেট্রিয়ট ইহাকে ... নির্দ্দেশ করিতে ... । ... হউক, এককালে ... হইবে এরূপ প্রত্যাশা করা যায় না। ... রাজা বরাবর অসীম ক্ষমতা চালনা করি... আসিতেছিলেন তিনি যে স্বেচ্ছাপূর্ব্বক ... সভার হস্তে সেই ক্ষমতা ... অর্পণ করিলেন ইহা কি সামান্য ... কিন্তু ... যা হউক, এ দেশের ... প্রকার ক্রমশঃ এক ... প্রতিনিধি সভা করেন, এই আমা... সংখ্যার অনুরোধ ... মহাসভা এক ... ক্ষম। সাহেবদিগের উইকে... স্থানী লোকদিগের সভা)

... মহাসভার অধিবেশন ... রাজন্য ... প্রণালী অবলম্বিত ... যথার্থ আইন অনুসারে শাসন ... নির্দ্দিষ্ট করিয়া দিবার, বাণিজ্য ও ... উন্নতি প্রদান করেন, ... অভূতপূর্ব্ব উৎসাহ কর দিন ... হয়।

—•—

পোষ্ট আফিস।

আমরা শুনিয়া আহ্লাদিত হইলাম ... উইলিয়াম পোষ্ট আফিসের ... দৃষ্টিপাত করিয়াছেন। অল্পকাল ... এই ... অনেক দিবস হইল তিনি ... ডাকঘর দেখিতে ... প্রণালী পর্য্যবেক্ষণ করিয়া ... ।

... সাধারণে ও সংবাদপত্র ... কর্মচারিদিগের ... করিয়া আসিতেছেন, কিন্তু ... লাভ হইতেছে না। ... প্রায় নিয়মিত রূপে ... চিঠি ও ... না। ... কে কিছু ... নিয়ম যদি ... ভেন, সাধারণে ... অনেক ... দোষ তাঁহারা ... তিনি ... অধিকতর প্রয়াস ... হইতে হইবে না, কিঞ্চিৎ পরিশ্রম ... করিলেই ... দোষ তাঁহার ... অবশ্য আবিষ্কৃত হইবে। একটি ... কেবল তাঁহাকে কিছু কহিতে আমা... ইচ্ছা হইতেছে। পোষ্ট আফিসের ... ভিতরে বিস্তর লোক কর্ম্ম করি... ... কিন্তু ... পোষ্টমাষ্টারগণ ... পোষ্টবাবুগণ ভিতরে কেহই ... আ...

... কর্ম্মচারিদিগের কর্ম্ম ... লোক নিয়োগ ... । ... যদি ... পোষ্টমাষ্টর ... ইনস্পেক্টরদিগের ... ইনস্পেক্টরদিগের ... নিযুক্ত করিতে হয় ... কিন্তু এ স্থলে ... অপর আর। এইজন্য ... লাভ সম্ভাবনা ... কিঞ্চিৎ অর্থ ... উক্ত অর্থে ... পোষ্টমাষ্টর ... করিয়া অধি... দেখিয়া ... করিতে পারিবেন।

... এদেশের করেকজন ... ইংলণ্ডে প্রেরণ ... ইংলণ্ডেশ্বরীর ... উপনিবেশ প্রভৃতি ... সকল স্থানেই ... কার্য নি... তাঁহাদিগের ... দৃষ্টি ... আছে ... এবং ... [illegible]

...যাবতীয় শাসনা বিষয়ে হস্ত ক্ষেপ করা অনিষ্টের মূল। এই সংস্কা রানুরূপ কার্যের অনুষ্ঠান হওয়াতে কানাডা ও অষ্ট্রেলিয়া প্রভৃতির সবিশেষ শ্রীবৃদ্ধি হইয়াছে। ইহার বিপরীত কার্য্য অনুষ্ঠিত হওয়াতে নিউ জিলাণ্ডে অদ্যাপিও ভয়ঙ্কর অশান্তি বৈর ও বিদ্রোহ ব্যাপার চলিতেছে। শাসন কর্ত্তা সর কর্জ্জ গ্রে শেষে নিউ জিলাণ্ডের সভ্যদিগের হস্তে শাসন ভার সমর্পণ করিতে বাধিত হইয়া ছেন। উল্লিখিত বিষয় সকলের ভারতবর্ষে কি কি আছে? শাসন ভার কাহার হস্ত গত? কোন্ জাতীয় লোক দেশের প্রধান প্রধান পদ পাইয়া থাকেন? কাহার দ্বারা এদেশের রাজস্ব আদায় ও তাহার ব্যয় হইয়া থাকে? অপব্যয় হইলে তাহার প্রতিবন্ধ ও নিবারণ করা কাহার ক্ষমতা? এই সকল প্রশ্নের এক মাত্র উত্তর আছে; এই গুলি ভারতবর্ষীয়দিগের হস্তগত নাই। আমাদিগের দেশের আইন, রাজস্ব ও রাজনীতি ঘটিত কোন ক্ষমতা নাই। সত্য বটে এক্ষণে চারিটি ব্যবস্থাপক সভা হই য়াছে, কিন্তু যাঁহারা এসকল সভার কার্য্য দর্শন করিয়াছেন, তাঁহারা তাঁহাদিগকে জাতীয় প্রতিনিধি সভা বলা দূরে থাকুক যথার্থ ব্যবস্থা প্রণয়নী সভা বলিতেও সঙ্কুচিত হন।

এক্ষণে আমরা স্বদেশীয়দিগকে জিজ্ঞাসা করিতেছি, ইংলণ্ডের ন্যায় এদেশে স্বাধীন শাসন প্রণালী প্রবর্ত্তিত করিবার চেষ্টা পাওয়া উচিত কি না? সাধারণ সভা স্থাপন চেষ্টা বিধেয় কি না? আর কত চিরকাল দেখিব আমাদিগের দেশের আইন, করস্থাপন প্রভৃতি গুরুতর কার্য্য স কল কয়েকজন গবর্ণমেণ্ট কর্ম্মচারির দ্বারা নির্বাহিত হইবে? কত দিন আমরা দেশের শাসন ও যুদ্ধ সংক্রান্ত কার্য্য হইতে বহিষ্কৃত থাকিব? আমরা অনেক বার প্রবন্ধ করিয়াছি, কিন্তু এখন পর্যন্তও স্বদেশীয়েরা তাহার উত্তর দানে মৌনাবলম্বী হইয়া আছেন। এই সকল বিষয়ে চেষ্টা করিলে কৃতকার্য্য হইবার কি সম্ভাবনা নাই? আমরা বলিতেছি, হইয়াছে। তবে আর বিলম্ব কেন?

বোধ হয়, সকলেই জানেন আমাদিগের দেশের ব্যবস্থা ও শাসন ঘটিত গুরুতর বিষয় সকলের সমাধান ইংলণ্ডে হইয়া থাকে। ইংলণ্ডীয় গবর্ণমেণ্টের আজ্ঞার উপর আমাদিগের আর আপীল নাই। সত্য বটে উক্ত গবর্ণমেণ্ট পক্ষপাতশূন্য, তাঁহারা ভ্রমেও ভারতবর্ষীয়দিগকে অসুখী করিতে চাহেন না, কিন্তু তাঁহারা সর্ব্বদা সকল বিষয়ের স্বরূপ জানিতে পারেন না। তাহার উপর আবার আমাদিগের শ্রীবৃদ্ধিকারী বন্ধুগণ আছেন। তাঁহারা "ভারতবর্ষীয়দিগের মঙ্গল ও ইউরোপীয় মূলধন বিনিয়োগের" নামে যাবতীয় বিষয় ভিন্ন বর্ণে রঞ্জিত করিয়া প্রদর্শন করেন। ভারতবর্ষীয় সংবাদপত্র সাহসী হইয়া সকল বিষয়ের প্রকৃত অবস্থা ইংলণ্ডীয় গবর্ণমেণ্টের গোচর করিতে পারেন না। এরূপ স্থলে কি করা কর্ত্তব্য? যাবৎ এদেশে স্বাধীন শাসন প্রণালী প্রবর্ত্তিত না হয়, তাবৎ এদেশের কারক ব্যক্তিকে এদেশের প্রতিনিধি স্বরূপ ইংলণ্ডে নিয়োজিত করিয়া রাখা উচিত। আপাততঃ ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট এদেশের যথাযথ বৃত্তান্ত জানিতে না পারাতে যে যে অনিষ্ট ঘটিবার সম্ভাবনা আছে, প্রতিনিধিগণ ইংলণ্ডে অবস্থান করিলে কেবল যে তন্নিবারণে সমর্থ হইবেন এরূপ নয়, তাঁহারা ক্রমে ভারতবর্ষে স্বাধীন শাসন প্রণালী প্রবর্ত্তিত করিবার চেষ্টা করিয়া কৃতকার্য্যও হইতে পারিবেন।

প্রতিনিধি নিয়োগার্থ যে প্রণালীতে কার্য্যানুষ্ঠান করিতে হইবে, তাহাও আমরা বলিয়া দিতেছি। ভারতবর্ষীয় সভা এবং অযোধ্যা বোম্বাই ও মান্দ্রাজের সভা এক পরামর্শী হইয়া কলিকাতা, কাশী, আগরা, লাহোর, পুনা, ... সম্ভ্রান্ত লোকদিগকেও আহ্বান করা হউক। ... স্থান হইতে তিন ... রূপ মূল ধনের সংগ্রহ ... কলিকাতা, বোম্বাই, ও ... আপাততঃ তিন জন প্রতিনিধি ... হউক। ভারতবর্ষীয় ... ভার গ্রহণ করিয়া কার্য্য ... করুন। এদেশের প্রকৃত অবস্থা ... গোচর করাই প্রতিনিধিদিগের ... ব্য হইবে। ... চেষ্টা সংগ্রহ দুরূহ হইবে না। আমরা শুনিতে পাই বোম্বাইয়ের ধনবান্ পারসীরা কথায় কথায় লক্ষ টাকা দান করিয়া ফেলেন। বঙ্গদেশেও ... প্রসিদ্ধ আছেন। এবিষয়ে ইহাঁরা কাতর হইবেন?

নূতন গ্রন্থ।

বিজয়বল্লভ। ইহাকে কথা বলে। ... ইকপাড়ার শ্রীযুক্ত বাবু গোপীমোহন ঘোষ ইহার রচনা করিয়াছেন। গ্রন্থের নায়কের নামেই ইহার নাম দেওয়া হইয়াছে। ...কার বিজ্ঞাপনের আরম্ভে লিখিয়া "ইংলণ্ডীয় ভাষায় নবেল নামে মনোপ্রসিদ্ধ উপাখ্যান গ্রন্থ সকল যে প্রণালীতে সঙ্কলিত হইয়া থাকে সেই প্রণালী অনুসারে এই পুস্তক খানি রচিত হইয়াছে" কিন্তু আমার এই উদ্যম সম্যক্রূপে সফল হইবার কোন সম্ভাবনা বোধ হইতেছে না। যেহেতু ইউরোপীয় লোকদিগের কার্য্য সকল যেরূপ অদ্ভুত ও চমৎকার জনক, ভারতবর্ষনিবাসীদিগের সেরূপ দেখিতে পাওয়া যায় না। সুতরাং এতদ্দেশীয় লোকের কার্য্য অবলম্বন করিয়া বাঙ্গালা ভাষায় ইংরাজী...

র প্রবন্ধ রচনা করা সুকঠিন।" এই প গ্রন্থকার কৃতার্থতা লাভ বিষয়ে আশা প্রকাশ করিয়াছেন, কিন্তু আমরা গ্রন্থের আদ্যোপান্ত অভিনিবেশপূর্ব্বক পাঠ করিয়া দেখিলাম, তাঁহার আশাধিক ফল লাভ হইয়াছে। তাঁহার রচনা বিলক্ষণ শক্তিরই পরিচয় দেওয়া হইয়াছে। আমরা অনেক স্থলে তাঁহার র চনার উৎকর্ষ দেখিয়া পরিতোষ লাভ করিলাম। কয়েক স্থানে তাঁহার বর্ণনা উপমা ও উৎপ্রেক্ষালঙ্কারের সুতনু ... করিয়া অধিকতর আহ্লাদিত হই ... তিনি নিজ রচনাকে অন্য অন্য ... দ্বারাও অলঙ্কৃত করিয়াছেন। ... দিগের দেশের আচার ব্যবহার ও ... রীতির অনুগামী হইয়া যত দূর নৈস র্গিক ঘটনার কল্পনা করা যাইতে পারে, গ্রন্থকার তাহার ত্রুটি করেন নাই। ... সময়ে বিজয়বল্লভের প্রাণ সঙ্কট উপস্থিত হইয়াছে, নৈসর্গিক উপায় দ্বারাই তিনি সে সকল হইতে উদ্ধার হইয়াছে ন। আমাদিগের মধ্য গ্রন্থকার এদেশের প্রাচীন গ্রন্থকারদিগের ন্যায় নিজ গ্রন্থের নায়কে আত্মরক্ষার্থ অলৌকিক উপা য়ের আশ্রয় গ্রহণ করান নাই।

চম্পকলতা গ্রন্থের নায়িকা। যে কার ণ ও যেরূপে বিজয়বল্লভের প্রতি তাঁহার অনুরাগ সঞ্চার হয় এবং গ্রন্থকর্ত্তা যে রূপ সাবধান হইয়া তাহার অনুরাগ বর্ণন করিয়াছেন, তাহাতে তাঁহার ভূয়সী প্রশংসা করিতে হয়। তিনি এদেশীয় আদিরস গ্রন্থকারদিগের ন্যায় নিজ গ্রন্থকে লজ্জা দোষে দূষিত করেন নাই। চম্পক লতা কেবল বিজয়বল্লভের রূপ দর্শন করিয়াই বিমোহিত হইতেন, ইহা আমরা গ্রন্থ কর্ত্তার সহৃদয়তার প্রশংসা করিতে উৎসুক হইতাম যে কারণে উভয়বংশীয় স্ত্রীজাতি র প্রতি প্রণয় সুদৃঢ়তর বদ্ধমূল হয়, গ্রন্থকার তাহার দুটী প্রধান কারণ ঘটাই য়া দিয়াছেন। বিজয়বল্লভ শৌর্য্য প্রকাশ করিয়া দুর্দান্ত ব্যাঘ্রের কবল হইতে চম্পক লতাকে রক্ষা করেন এই এক কার্য্য দ্বারাই চম্পকলতার প্রণয় সঞ্চারের দুটী কার ণ উপস্থিত হয়। এক, বিজয়বল্লভের শৌর্য্য; দ্বিতীয়, প্রাণ রক্ষা দ্বারা মহত্তর উপকার সম্বন্ধ। মহাবংশ প্রসূত রমণীগণ বীর পুরুষেই অধিকতর অনুরক্ত হইয়া থাকেন।

গ্রন্থের উপসংহারটীও মনোহর হই য়াছে। কয়েকটী স্থানে কেবল কিছু কিছু পুনরুক্ত দোষ দৃষ্ট হইল। যে যে স্থলে পূর্ব্ব বৃত্তান্ত বর্ণন করা হইয়াছে তাহা তত বিস্তারিত করিয়া না বলিয়া সংক্ষেপে বলিলে সমধিক সুখকারী হইত সন্দেহ নাই। বিজয়বল্লভের বিমাতৃবিদ্বেষ ও সোমদত্তের অসাধুতাই বিজয়বল্লভের যাব তীয় দুর্গতির কারণ বলিয়া বর্ণিত হইয়া ছে। এই প্রসঙ্গে গ্রন্থকার বহু বিবাহকে বহু অনর্থের মূল বলিয়া প্রতিপন্ন করিয়া ছেন। লিখন ভঙ্গী দ্বারা বোধ হইতেছে, ইহার দোষ কীর্ত্তন করিয়া এতদ্বিষয়ে লো কের বিদ্বেষ জন্মাইয়া দেওয়া প্রস্তাবিত কথার একটী প্রধান উদ্দেশ্য।

এই গ্রন্থের আদ্যোপান্ত পাঠ করিয়া আমাদিগের এই সংস্কার জন্মিল, বিজয়ব ল্লভে কিলডিভের নিমজোলা নামক নবন্যে র অনেক অনুকরণ আছে। উভয় নায়কে রই জন্ম বৃত্তান্ত প্রথম অবিদিত ছিল; উভয় নায়কেই অসামান্য উদার্য্য ও সাহ সাদি গুণ সম্পন্ন বলিয়া বর্ণিত হইয়াছেন; যে কারণে উভয় নায়িকার উভয় নায়কের প্রতি প্রণয় সঞ্চার হয়, তাহাতে সৌসাদৃশ্য আছে যে কারণে উভয় নায়িকার পিতা উভয় নায়ককে কন্যাদানে অসম্মত হন, তাহারও এক রূপতা আছে; গ্রন্থের উপসংহারও প্রায় এক রূপে করা হইয়া ছে, তবে কোন কোন বিষয়ে বিজয়বল্লভের উৎকর্ষ আর কোন কোন বিষয়ে ... নয়ন গোচর হইতেছে। উভ নোভেলের দুরি ত্র দোষ ছিল; বিজয়বল্লভ নিতান্ত ... বলিয়া বর্ণিত হইয়াছেন। এটী " কথার একটী প্রধান প্রার্থনীয় গুণ। কথা পাঠে লোকের মন যেমন মোহিত ও নিকৃষ্ট প্র বৃত্তি সকল উদ্দীপিত হইয়া উঠে, এমন আর অন্য কিছুতে হয় না; কথাপাঠক দিগের মধ্যে দুর্ব্বলচিত্ত লোকই অধিক দৃষ্ট হয়; একপ স্থলে যাহাতে নায়ক ও নায়িকার চরিত্র গত দোষ বর্ণিত বর্জ্জন ক রিয়া পাঠকগণের নিকৃষ্ট প্রবৃত্তিসকল সঙ্কুচিত হইয়া তদনুকরণ প্রবৃত্তি না জন্মে, গ্রন্থকারের একপ চেষ্টা পাওয়া অতিশয় উচিত। বিজয়বল্লভগ্রন্থমধ্যে এ গুণটী বাহুল্য রূপে লক্ষিত হইল।

কিলডিভ নায়িকার পলায়নাদি বৃত্তান্ত বর্ণন করিয়া নিজ গ্রন্থকে যেরূপ অধিকত র মনোহারী করিয়াছেন, বিজয়বল্লভকার সেরূপ পারেন নাই। আমাদিগের দেশের স্ত্রীলোকেরা পিঞ্জরবদ্ধ পক্ষীর ন্যায় গৃহ মধ্যেই রুদ্ধ থাকেন, তাঁহাদিগের পলায়না দি বর্ণিত হইলে পাছে অনৈসর্গিক হয়, গ্রন্থকার বোধ হয়, এই শঙ্কা করিয়াছেন। কিন্তু আমরা একপ শঙ্কার কোন কারণ দেখিতে পাই না। অন্যান্য সংস্কৃত নাটকবি মালতীমাধবকার ভবভূতি মালতীর প্রস্থান বৃত্তান্ত বর্ণন করিয়া অনৈসর্গিক বর্ণনাকারী বলিয়া উপহসিত হন নাই।

অনুচিত অনুষ্ঠানকারী ব্রাহ্মদিগের পক্ষ সমর্থন।

গত সপ্তাহের ফেব্রুয়ারির ইণ্ডিয়ান মিরর পাঠ করিয়া আমরা অতিশয় ক্ষুব্ধ ও বিস্মিত হই লাম। বিস্ময় ও ক্ষোভের কারণ এই—প্রথম, ব্রাহ্ম সম্প্রদায়ের যে যে ব্যক্তি ভ্রম প্রযুক্ত অনুচিত অনুষ্ঠানে প্রবৃত্ত হইয়াছেন, সম্পাদক তাঁহাদিগের ভ্রম সংশোধন চেষ্টা পাননাই প্রত্যুত তাঁহাদিগের পক্ষ সমর্থন করিয়া সেই ভ্রম তাঁহাদিগের মনে বদ্ধমূল করিয়া দিতে-

হেন; ইহাতে তাঁহার কর্ত্তব্য কর্ম্মের অন্যথাচরণ করা হইয়াছে। দ্বিতীয়, এ পর্য্যন্ত সোমপ্রকাশে ব্রাহ্মধর্ম্ম সংক্রান্ত যে যে বিষয় লিখিত হইয়াছে, তাহা তিনি যথোচিত অভিনিবেশ সহকারে পাঠ করেন নাই। তাহা হইলে তিনি কখন এরূপ লিখিতেন না যে আমরা প্রেয়ারকে অধন্য ও ঘৃণার বিষয় বলিয়া উল্লেখ করিয়া তাহাতে লোকের বিদ্বেষ জন্মাইবার চেষ্টা পাইতেছি। আমরা সম্পাদককে অনুরোধ করিতেছি, সোমপ্রকাশের যে যে স্থলে প্রার্থনা ঘটিত প্রস্তাব লিখিত হইয়াছে, তাহা উদ্ঘাটন করিয়া দেখিবেন, দেখিতে পাইবেন, আমরা স্পষ্টাক্ষরেই লিখিয়াছি প্রেয়ারের উপাসনাংশ ফলোপধায়ী, প্রার্থনাংশ ফলোপধায়ী নহে উপাসনা নিত্য কর্ত্তব্য কর্ম্ম, না করিলে প্রত্যবায় জন্মে, প্রার্থনা অবশ্য কর্ত্তব্য নহে তাহা করিলে পাপ জন্মেনা, কিন্তু উহাতে অভীষ্ট ফল লাভের সম্ভাবনা নাই, যদি কেহ উৎসাহ ও আহ্লাদ লাভের নিমিত্ত প্রার্থনা করিতে চাহেন, করুন তাহাতে আমাদিগের আপত্তি নাই।

তৃতীয়, সম্পাদক ব্রাহ্মদিগের প্রতি আমাদিগের বক্তব্য বোধে সমর্থ হন নাই। ব্রাহ্মেরা সমাজে বসিয়া বিশুদ্ধ প্রণালীতে অদ্বিতীয়ের উপাসনা করুন এবং গৃহে বসিয়া হিন্দু ধর্ম্মের নির্দ্দিষ্ট রীতিক্রমে যাবতীয় ক্রিয়াকলাপের অনুষ্ঠান করুন, এরূপ উপদেশ দেওয়া কোন ক্রমেই আমাদিগের অভিপ্রেত নহে। অপর, আমরা ব্রাহ্মদিগের পরম স্নেহাস্পদ পরিজনগণমধ্যে বিশুদ্ধ ব্রাহ্মধর্ম্ম প্রচারের প্রতিবাদী নহি। আমাদিগের একান্তমাত্র বক্তব্য ব্রাহ্মেরা বিশুদ্ধ যুক্তির অনুসরণ করিয়া গৃহে ও বাহিরে সর্ব্বত্র সমভাবে সেই অদ্বিতীয়ের আরাধনা করেন। তাঁহাদিগের মিথ্যাচার দর্শনেই আমাদিগের অভিপ্রায় প্রকাশ করা হইয়াছে। আমরা দেখিতে পাইতেছি, এঁহারা কোন কোন বিষয়ে হিন্দুধর্ম্মের আর কোন কোন বিষয়ে বিশুদ্ধ যুক্তির অনুসরণ করিতেছেন। আমরা এস্থলে কেবল বাবুর [illegible] সব জাতকর্ম্ম বিবরণী দৃষ্টান্ত স্বরূপ গ্রহণ [illegible] জাতকর্ম্ম করিতে [illegible] সংস্কারটী কোথা হইতে আসিল? বিশুদ্ধ যুক্তি কি এ সংস্কার জন্মাইয়া দিতেছে? ইহা বিশুদ্ধ যুক্তির অনুমোদিত হইলে অন্য অন্য জাতিতেও এ ব্যবহার দৃষ্ট হইত সন্দেহ নাই। ইংরাজ, জর্ম্মাণ, ফরাসী ও মুসলমান প্রভৃতি কি জাতকর্ম্ম করিয়া থাকেন? এটী বেদোদিত কর্ম্ম, পুত্রে জাতে জাতেষ্টিং কুর্য্যাৎ এই শ্রুতি আছে। ব্রাহ্মেরা এ কর্ম্মটী বেদ হইতে গ্রহণ করিয়াছেন, কিন্তু অন্তকালে বেদোক্ত অনুষ্ঠান ত্যাগ করিয়া যুক্তির অনুসরণ করিয়াছেন(১)। একণে আমাদিগের জিজ্ঞাস্য এই, যাঁহারা বিশুদ্ধ যুক্তির অনুসরণ করিয়া ব্রাহ্মধর্ম্ম প্রচারে উদ্যত হইয়াছেন, তাঁহাদিগের এরূপ স্বভাব কেন? তাঁহাদিগের অবলম্বন কি? বেদ না যুক্তি? যদি প্রথমটী অবলম্বন হয়, তাহা হইলে তদনুসারী অনুষ্ঠান না করিতেছেন কেন? আর যদি দ্বিতীয়ের আশ্রয় গ্রহণ করিয়া থাকেন, জাতকর্ম্মাদি পরিত্যাগ করুন। আমরা স্পষ্টাক্ষরে তাঁহাদিগকে কহিতেছি, এরূপে কার্য্য করিলে তাঁহারা কাহারও প্রীতি ও ভক্তির ভাজন হইতে পারিবেন না। যাঁহাদিগের বেদে বিশ্বাস আছে, তাঁহারা বেদোদিত অনুষ্ঠানকা দেখিলেই তাঁহাদিগকে (ব্রাহ্মদিগকে) নাস্তিক জ্ঞান করিবেন, আর যাঁহাদিগের বেদে বিশ্বাস নাই, যাঁহারা বিশুদ্ধ যুক্তির অনুসারী হইয়া এই প্রকৃতিরূপ মহাপুস্তক হইতে সেই অদ্বিতীয়ের উপাসনা কর্ত্তব্য বলিয়া শিক্ষা করিয়াছেন, তাঁহারা তাঁহাদিগকে অনুচিত অনুষ্ঠানকারী ও কপট বলিয়া অশ্রদ্ধা করিবেন। অনুচিত অনুষ্ঠানকারী ব্রাহ্মেরা মনে করেন, উভয় পক্ষই রক্ষা করিবেন কিন্তু তাহা কখন সম্ভাবিত নয়। প্রসিদ্ধ কথাই ত আছে "যে ব্যক্তি সকলের মনোরঞ্জন করিতে যায় সে কাহারই মনোরঞ্জন করিতে পারে না।"

অনুষ্ঠানপরায়ণ ব্রাহ্মদিগের যদি এরূপ সংস্কার হইয়া থাকে যে প্রথমে কোন নূতন সম্প্রদায় প্রবর্ত্তন করিতে হইলে সাধারণ লোকের মনের গতি বিবেচনা করিয়া কিঞ্চিৎ কপট [illegible] কালের যাবতীয় [illegible] এইরূপ করিয়াছেন। [illegible] প্রবর্ত্তয়িতা মহম্মদ [illegible] পরতা দর্শন করিয়া [illegible] পূর্ব্বক বহু বিবাহের [illegible] ঐরূপ আমাদিগের [illegible] কর্ম্মের অনুষ্ঠান বিষয়ে [illegible] আছে, অতএব ব্রাহ্মদের [illegible] মিশ্রিত করিলে তাহা [illegible] হইবে—তাহা হইলে [illegible] পতিত হইয়াছেন, [illegible] রা কৃতকার্য্য হইবার [illegible] এখন সরল ভাব অবলম্বন [illegible]

ব্রাহ্মেরা যদি [illegible] প ক্রিয়া যেমন [illegible] হইয়া ভক্তিভাবে সেই [illegible] আরাধনা করেন, তাঁহারা [illegible] কার্য্য অনুষ্ঠান করা [illegible] উপাসনা দ্বারা কি [illegible] ভাবনা আছে [illegible] চিত্তে বিবেচনা করিয়া দেখ[illegible] উপাসনা বিধিই কি সকলের [illegible] উদ্রেক করিয়া দিতে [illegible] হইবে না। অনুষ্ঠানের [illegible] সম্বন্ধ নাই। অনুষ্ঠানের [illegible] ক্রিয়া। আর্য্যেরা [illegible] পরিণাম দারুণ হইবে। [illegible] উপধর্ম্মের সৃষ্টি হইয়াছে [illegible] প্রথম প্রথম [illegible] ন্য ও করেন, তাঁহারা এই [illegible] ছিলেন, [illegible] ক্রমে সাধারণ লোকের [illegible] বহুদেব বহু [illegible] এই [illegible] রা নানা [illegible] উপধর্ম্ম [illegible] তাহারা এই বুঝিয়াছিলেন যে [illegible] ধর্ম্মচিন্তা হইলেই হইল। ব্রাহ্মেরা দিগের এই সংস্কারকে নির্দ্দোষ [illegible] [illegible] এই নাস্তিক সংস্কার মূলক] হিন্দুধর্ম্মের এইরূপ দুর্দ্দশা [illegible] তার অনর্থ [illegible] এই প্রবর্ত্তিত হিন্দুধর্ম্মই কি [illegible]

(১) পাঠকগণ ভবদেব ও পশুপতিতে দৃষ্টি [illegible] অনুষ্ঠান প্রক্রিয়া দেখিতে পাইবেন।

[illegible] অবতার নহে? ব্রাহ্মেরাও কি মূর্ত্তি আশ্রয় করিয়া ঐ বিষয়ের মহ[illegible] করিতেছেন না? আমাদের সহিত [illegible] বাবুর যুদ্ধ বাধিয়াছে, [illegible] তদনুকরণ করিয়া উৎসব করিবার [illegible] হইয়াছিল, তাহাই, তিনি কেন আত্মীয় [illegible] মুসলমান ও [illegible] [illegible] ইচ্ছা হইয়া [illegible] আছে, তাহাদি[illegible] করিলেন না কেন? তদুপলক্ষে [illegible] আরাধনা করিতেই বা [illegible] করিয়াছিল? তাঁহারা [illegible] একটী আড়ম্বর করিয়া লো[illegible] চেষ্টা করিলেন কেন? যাঁ[illegible] উপলক্ষে ঈশ্বরের আরাধনা [illegible] করিয়া লোকপ্রীত্যর্থ [illegible] একটী অর্থশূন্য ক্রিয়ার অনু[illegible] যুক্তির অনুমোদিত বলিয়া [illegible] তাঁহাদিগের রাধাকৃষ্ণের [illegible] ঈশ্বরের আরাধনা ক[illegible] কি? যুক্তি উভয় স্থলেই তুল্য [illegible] কিছু [illegible] উপাসনাই সার ইহা বুঝিয়াও [illegible] কর্ম্মের অনুষ্ঠান করা হই[illegible] রাধাকৃষ্ণের মূর্ত্তি ভিন্ন নয় ঈশ্বরের [illegible] সার এই বিবেচনা করিয়া লোক [illegible] রাধাকৃষ্ণ মূর্ত্তি সম্মুখে রাখিয়া ঈশ[illegible] করাতেই দোষ কি? যাঁহারা মূর্ত্তির পূজা করেন, তাহারা কি মনে [illegible] যে আমরা এই মূর্ত্তিতে ঈশ্বরের [illegible] করিতেছি?

[illegible] শুনিতে পাই, অনেকেই [illegible] আমাদিগের অভিপ্রায় বুঝিতে [illegible] প্রকার কল্পনা করেন। [illegible] কণ্ঠে কহিতেছি, আমরা উ[illegible] নহি। তাঁহারা এদেশের এ[illegible] সাধন বিষয়ে হস্তক্ষেপ [illegible] সহকারে কার্য্য করিতে[illegible] তাঁহাদিগের উপরে আমাদিগের [illegible] আছে। সেই স্নেহ থাকাতেই [illegible] যখন [illegible] পতি[illegible] পাই, অভি[illegible] প্রাণ পণে তাহা সংশোধন চেষ্টা পাইয়া থাকি আমাদিগের সঙ্কল্পিত ব্রত এই, যিনি হউন, যখন যাঁহার ভ্রম দেখিব, তৎক্ষণাৎ আমরা তৎসংশোধন চেষ্টা করিব, তাহাতে কেহ রুষ্ট হউন, আর তুষ্ট হউন, তাহাতে আমাদিগের ক্ষোভ নাই।

এই প্রস্তাবটি ক্রমে অসঙ্গত দীর্ঘ হইয়া উঠিল, ইণ্ডিয়ান মিররের অন্য অন্য বাক্যের উত্তর দানে অদ্য আমরা বিরত রহিলাম। স[illegible]ম্পাদকের নিকটে আমাদিগের অনুরোধ এই, আমাদিগের অন্যথাভূত অভিপ্রায় তিনি অ[illegible]ন্যথারূপে লোকের গোচর করিয়া সাধারণকে ভ্রমে পতিত করিয়াছেন, অতএব তিনি এই প্রস্তাবের সমুদায় অনুবাদ করিয়া সাধারণের ভ্রমভঞ্জন করিয়া দেন।

উপসংহার স্থলে আমরা পুনরায় অনুষ্ঠানকারী ব্রাহ্মদিগকে বিনয় বাক্যে অনুরোধ করিতেছি, তাঁহারা যে উচ্চ সোপানে আরোহণ করিয়াছেন, তাহা হইতে অধঃপতিত না হন। তাঁহারা যে ব্রাহ্মধর্ম্মকে বহু খর্ব করিবার চেষ্টা পাইতেছেন, আমরা ভ্রমেও কখন তাহার প্রতিবাদী নহি। আমাদিগের দৃঢ়তর সংস্কার এই, বিশুদ্ধ ব্রাহ্মধর্ম্ম যাবৎ এদেশের গৃহধর্ম্ম না হইবে, তাবৎ এদেশের সম্যক উন্নতি লাভ প্রত্যাশা নাই। তাঁহারা যে অনুচিত অনুষ্ঠানকে গৃহ মধ্যে প্রবেশিত করিয়া পরিজন গণের চিত্তের লঘুতা ও নীচতা সম্পাদন চেষ্টা পাইতেছেন, আমরা তাহারই কেবল প্রতিবাদী। ফল কথা এই, কৈর্য্যাদ্বিত পতি নিজ পত্নীর পুরুষান্তরের সহিত রহস্য আলাপের ন্যায় বিশুদ্ধ ব্রাহ্মধর্ম্ম অনুষ্ঠান সম্বন্ধ সহিতে পারেন না।

বিবিধ সংবাদ।

২১এ মাঘ সোমবার।

মান্দ্রাজের হলওয়ে সাহেব তত্রত্য প্রধানতম বিচারালয়ের এক জন জজ হইয়াছেন।

— ডাক্তর উইলিয়মস ও ডাক্তর উইলসন খৃষ্টীয় ধর্ম্মের দোষ প্রদর্শন করাতে তাঁহারা এক বৎসরের জন্য নিজ নিজ কর্ম্ম হইতে রহিত হইয়াছেন। তাঁহাদিগকে [illegible] ব্যয় দিতে হইবে। তাঁহারা প্রিবিকৌন্সিলে এ[illegible]রের আপীল করিবেন।

কমিসরিএট কমিসন বসাতে সাধা[illegible] রাজস্ব হইতে এক লক্ষ টাকা ব্যয় হইয়াছে[illegible] বাঘে ছুঁলে আঠার ঘা।

সম্প্রতি সর চার্লস ট্রিবিলিয়ান ব্যবস্থাপ[illegible] সভায় সভ্যদিগকে আহ্বান করিয়া ইনকম[illegible] ক্সের কার্য্যপ্রণালীর বিষয় জিজ্ঞাসা করি[illegible]ছেন। বোধ হয় ইনকমটাক্সের অন্তিম ক[illegible] উপস্থিত।

ঢাকাপ্রকাশ বলেন ঢাকায় কতকগুলি [illegible] রাসানবাসী স্ত্রীলোক, পুরুষ ও বালক [illegible]সিকা আসিয়াছে। বাহিরে তাহারা বাণি[illegible]রের ব্যবসায় অবলম্বন করিয়া দিনপাত ক[illegible] কিন্তু গোপনে তাহাদিগের স্ত্রীলোকেরা [illegible]তীর ভদ্রলোকের বাটীতে গিয়া স্ত্রীলো[illegible]দিগের সহিত আলাপ করে। যখন পুরু[illegible]রা বাটী না থাকেন, তখন তাহারা না[illegible] প্রকার ভাব ভঙ্গী প্রকাশ করিতে থাকে। [illegible]দিকে দুই এক জন এপ্রকার করে, আর [illegible]কে দুই এক জন সিন্ধুক বাক্স ভাঙ্গিয়া দ্রব্য[illegible] অপহরণ করিবার চেষ্টা করে। সম্প্রতি [illegible] দারগা তাহাদিগকে চোর বলিয়া ধৃত ক[illegible] বিস্তর টাকার অলঙ্কার প্রভৃতি বাহির ক[illegible]রাছেন। খোরাসানের লোকেরা দস্যু। আ[illegible]গানেরাও তাহাদিগকে ডাকাইত বলিয়া [illegible] করে।

উক্ত পত্রের চট্টগ্রামস্থ সংবাদ দাতা [illegible] বাঙ্গালায় ক্রীত দাসী রাখিবার প্রথার এক[illegible] উদাহরণ প্রদর্শন করিয়াছেন। কত্তে আ[illegible] খাঁ নামক এক জমীদারের এক বাঁদী পল[illegible]ন করাতে কত্তে আলি ছোট আদালতে [illegible]তাহে এক প্রতিজ্ঞা পত্র দাখিল করি[illegible] নালীস করেন যে প্যারী (দাসী) উঁহা[illegible] নিকটে ৫৫ টাকা নগদ ও ৫০ টাকা[illegible] গহনা লইয়া স্বীকার করে, সে যাবজ্জীবন [illegible]হার বাটীতে থাকিবে আর সে যাহা উপা[illegible]র্জন করিবে তাহা উঁহাকে দিবে। বিচা[illegible]পতি বাবু কালীকিঙ্কর রায় এ নালীশ অগ্রা[illegible] করিয়াছেন। যখন বাঁদী রাখিবার প্রথা [illegible]বাদ পত্রে আন্দোলিত হয় তখ[illegible] লিখিয়াছিলাম পূর্ব্ববাঙ্গালায় অনে[illegible]

াক [illegible] ঘাসী থাকিয়া থাকেন। র্ব [illegible] কি এবিষয়ে মনোযোগী হইবেন হ কেহ তাহাতে আমাদিগের উপরে খড়্গ হস্ত হবেন? যাহা হউক, না হ. আকা আকাশ উ- দ্যোগী হইয়া কিজন্য এবিষয়ের একটা আ- লন না করেন?

টাইমস অব ইণ্ডিয়া বলেন সর হোপ গ্রাণ্ট বর ও পাকমারী পর্ব্বতে সেনাদলের এক বাস্থ্য নিবাস স্থাপিত করিবার জন্য তথায় মন করিয়াছেন। সর ইউলিয়ম মান্সফিল্ড জপুতনার পর্ব্বতের শিখরে ২ ভ্রমণ করি ছেন। এসকল বিষয়ে অর্থ ব্যয় করা এক্ষণে তিশয় অন্যায়।

নিয়ীগেজেট বলেন ৭ই ফেব্রুয়ারি কাশী রেইলওয়ে ষ্টেশনে একটি ভোজ ও নৃত্য হইবে। গবর্ণর জেনরল তথায় উপস্থিত থাকিবেন।

উক্তপত্র আহ্লাদিত হইয়া প্রকাশ করি- তেছেন লক্ষৌ পর্য্যন্ত একটি শাখা রেইলও হইবে। তাহা হইলে বাহাদুর কাষ্ঠের ণিজ্যের বিশেষ সুবিধা হইবে।

আগ্রাহর্কার গেজেটের এক জন সংবাদ তা বলেন রেওয়া জরিপ করিতে গিয়া রীপকারিরা তাহার নিকটে যথোচিত সহা- তা পাইতেছেন না। রাজবাটী জরীপ করা বশ্যক হওয়াতে রাজা ভাবিয়াছিলেন মচারীরা তাঁহার বাটীর স্ত্রীলোকদিগকে খিতে চাহেন। রেসিডেণ্ট কোনন সাহেব ই ভ্রম দূর করিবার উদ্দেশে রাজার নিকটে মন করিয়াছেন।

সম্প্রতি বাগরে অতিশয় শিলাবৃষ্টি হইয়া- য়াছে। কপোত ডিম্বাকার এক একটী শি- লাপতিত হইয়াছে।

কোর্ট আদালতের প্রধান জজ বুলবর সাহে- ইংলণ্ড হইতে প্রত্যাগমন করিয়া পুনর্ব্বার জ-কর্ম্ম গ্রহণ করিয়াছেন। আমরা শুনিলা- কেম্বাল সাহেব পুলিসে প্রত্যাগমন না করি- পুনর্ব্বার এক জন ব্যারিষ্টর হইতেছেন। পীনা সম্বন্ধে ব্যারিষ্টরদিগের অর্থ প্রায় য়াছে। অতএব কেম্বাল সাহেব কি আ- শে পুনর্ব্বার ব্যারিষ্টর হইতেছেন তাহা আ- া বুঝিতে পারিতেছি না।

[illegible] বরিশালের সংবাদদাতা বলেন

ন সম্প্রতি করেদী কারাগার হইতে চারিজন কয়েদি পলায়ন করে। কিন্তু তাহারা ঢাকার পলিসিয়ার এক সাহেব কর্তৃক ধৃত হইয়াছে। তাহারা ৫০০ টাকা পুরস্কার পাইবেন।

বরিশালের জেল হইতে সর্ব্বদা কয়েদি পলা- য়ন করে, আমরা শুনিয়াছি তাহারা যখন মল ফালিতে যায় সেই সময় দুই এক জন বনে মধ্যে প্রস্থান করে, কিন্তু এ প্রহরীরা বাঁধে খাইয়াছে ওজর করিয়া রক্ষা পাইয়া থাকে।

চীনদেশ হইতে সংবাদ আসিয়াছে সম্রাটে র সেনারা ইউরোপীয় আফিসরদিগের দ্বারা শিক্ষিত হইয়া যুদ্ধ বিষয়ে বিলক্ষণ পারগ হইতেছে। সেনাপতি বরগইন পদ চ্যুত হইয়াছেন। চীনদেশীয় গবর্ণমেণ্টের বিদেশীয়দিগের সহিত ক্রমশঃ সদ্ভাব বৃদ্ধি হইতেছে। অহিফেনের মূল্য অল্প হইয়াছে।

নিম্নলিখিত সংবাদ গুলি হিন্দুপেট্রিয়ট হইতে গৃহীত হইল।

গবর্ণমেণ্ট পরীক্ষার্থ কয়েকটি বাঙ্গালা আদর্শ বিদ্যালয় স্থাপিত ও তত্তাবধির এক জন বিশেষ ইনস্পেক্টর নিযুক্ত করিবেন।

মৌলবী আবদুল লতিফ বিশ্ববিদ্যা- লয়ের এক জন সভ্য হইতেছেন।

কলিকাতার অংবকারীগুপরিষ্কৈপা্ট হ-ণ্টিন সাহেব গণ্ড ইষ্টাম্পবটিত জুয়াচুরি সংক্রান্ত কয়েকটি নূতন বিষয় প্রকাশ করিয়াছেন।

মৃত জেনরল নিকোলসন সাহেবের এক চিত্রি ত প্রতিমূর্ত্তি ভারতবর্ষীয় সভাগৃহে রাখা হইয়াছে।

পরিদর্শক বলেন এক ব্যক্তি ওকালতির পরীক্ষা দিবার জন্য ভবানীপুরে বাসা করিয়া ছিলেন। পরীক্ষার দিবস গঙ্গাস্নান করিতে গিয়া তাঁহার হঠাৎ মৃত্যু হইয়াছে।

২২ এ মঙ্গল বার।

এক ব্যক্তি লিখিয়া পাঠাইয়াছেন ২৪ পরগণার অন্তঃপাতি বারুইপুরে সম্প্রতি লাক্ষাপাহাড়ের দুর্ভিক্ষবিপদাপন্ন ব্যক্তিদিগে- র সাহায্যার্থ এক সভা হয়। সভা স্থলে অনে- কেই উপস্থিত ছিলেন। সকলেই কিছু কিছু দিয়াছেন, বাবু রাজকুমার রায়চৌধুরী ১০০ টাকা স্বাক্ষর করিয়াছেন। এরূপবিধ বিষয়ে ভা- লের কথা শুনিলে আমাদিগের অতিশয় আ- হ্লাদ হয়।

বাজিতে [illegible] কর্ম্মচারীদিগের [illegible] নিম কর্ম্মচারীরা [illegible] বেতন পরিশোধ [illegible] আজ্ঞ অন্তরবিক্রয় [illegible] বাজিতে টেক্স [illegible] লোক আছেন বছ [illegible] পাস, তবেই যদি [illegible]

ইংলিশম্যান বলেন [illegible] টেবলাবর ইহিমপুর ১৫ পরিত টেক্স [illegible] শ দিয়াছেন।

আলাহাবাদ [illegible] চারী লেফটন [illegible] ইক্ত বাৰ্ষিপাল দিবে [illegible] স্থানান্তরিত হইয়াছেন।

তিনি আরও [illegible] পিত হইয়াছে, তথায় [illegible] হইবে এবং [illegible] নাই, কার্য্যও শীঘ্র [illegible]

উক্ত পত্র আরো [illegible] যেমন আমরা [illegible] যোগবেশী ও [illegible] এখন দেশহিতৈষী [illegible] শিত হইল।

কলিকাতার পথে [illegible] হইয়াছে। ঐ রেল [illegible] অপর সারকিউলার রোডে [illegible] হইতে বেলুড়াবাজার [illegible] সেইখান হইতে একটী [illegible] আর একটী উত্তর দিকে [illegible] যেমন অনেক উপকার [illegible] বস্তুত তেমনি কারণ যে রাস্তা চলিবে সেখানে অন্য বাণিজ্য বৃদ্ধি হইবার অধিক সম্ভাবনা। [illegible] কার্য্য বাটীর মূল্যও অনেক [illegible] যে কলিকাতায় অনেকের [illegible] হইবে।

বঙ্গদেশের বর্ত্তমান উন্নতি [illegible] রের সন্তোষ সূচক হইতেছে [illegible] উন্নতির চেষ্টা [illegible] পতিত ভূমি আছে [illegible]

আবার আগম এইহেতু, চীনদেশ দুই লক্ষ কুলি আনিয়া ব্রহ্মদেশের [illegible] নির্ব্বাহ করিবার মানস করি-[illegible]

[illegible] ট্রিবিলিয়ন অগ্রেবার মৌকাও [illegible] দর্শন করিতে গিয়াছিলে [illegible] যথোচিত অভ্যর্থনা পু-[illegible] কর্ত্তাইলে ট্রিবিলিয়ান ব [illegible] এই সময় যথোচিত সম্বর্দ্ধনা [illegible] হইয়াছি। তিনিগাত বেশি [illegible] লোক, বোধ হয় ক্রমে সকল [illegible] এই কল্প গমন করিতে [illegible]

[illegible] এ মাঘ বুধবার।

[illegible] গোলোয়ারের শাসন ভার-[illegible] রিজেডিয়ার হেলি সাহেবের [illegible] ইহা প্রধান সেনাপ-[illegible] গবর্ণমেন্টের অধীন হইবে. [illegible] ইহার অভ্যন্তর একটী [illegible] পরম্ভোষ হয় এক জন চির [illegible] নিযুক্ত হইবেন।

[illegible] সহকারী কমিসনর ভর [illegible] সাহেব বলিয়াছেন এবংসর [illegible] পুরাবে অধিক রেশম জ[illegible]

[illegible] পর চারলস ট্রিবিলিয়ান উঠাইবার উদ্যোগ দেখিতে [illegible]দিগের দুঃখনিবারণই রাজকর্ম্ম-[illegible] কর্ত্তব্য কর্ম্ম।

[illegible]শক্তিবার টৌনহালে ওকালতি [illegible] শতের অধিক পরীক্ষার্থী উপ[illegible] ছিলেন। আমরা শুনিয়া দুঃখিত [illegible] কালেজের একজন উপা-[illegible] তাঁহার অন্তরে পরীক্ষার্থিকে প্র[illegible] লিখিয়া পাঠাইয়া দিবার চেষ্টা পা-[illegible] অপর ছাত্রেরা তাহা [illegible] সুশিক্ষিত ব্যক্তিরও যদি এতা[illegible] বলিয়া বোধ হইল না, তবে [illegible] কি ফল হইল?

[illegible] জেলার ভয়ঙ্কর শিলা বৃষ্টি হইয়া [illegible] গুলি এক ইঞ্চির অপেক্ষা [illegible]

ফিল্লীগেজেট বলেন ৩ গণিত বাটালিয়ন রাইফল টৈমালল গত রাত্রিতে আগরা যাত্রা করিয়াছে।

ইংলিসম্যান বলেন উত্তর পশ্চিম প্রদেশের লেপ্টেনেণ্ট গবর্ণর এডমনষ্টন সাহেবের পরে এইচ, বি, হারিংটন সাহেব নিযুক্ত হইবেন।

বোম্বাই হইতে চারিজন পারসী কলিকাতায় আগমন করিয়াছেন। ইহাঁরা গত কল্য সংস্কৃত কালেজে আসিয়াছিলেন। ইহাঁদিগের নাম ডাক্তার ভাউ দাজী, অর্দেশর কামজী, পস্তনজী রুস্তমজী কামা, এবং খরসজী নাসার ওয়ানজি কামা। ইহাঁরা ইউরোপের অনেক দেশ দর্শন করিয়াছেন। সমুদায় ভারতবর্ষ দর্শন করিবারও ইহাঁদিগের ইচ্ছা আছে। বাঙ্গালী জমীদার ও ধনী ব্যক্তিদিগের কবে এইরূপ প্রবৃত্তি জন্মিবে?

২৪ এ মাঘ বৃহস্পতিবার।

ডাক্তর নিলেসিয়ন নামক এক জন ফরাসী চিকিৎসক গারিবল্ডির ক্ষত পদ হইতে এক বন্দুকের গুলি বাহির করিয়াছেন। ইটালীয়েরা ঐ ডাক্তারের অতিশয় সম্মান বর্দ্ধন করিয়াছেন। একার্য্যটী বাস্তবিক অত্যন্ত প্রশংসার হইয়াছে। কারণ সমুদায় ইটালীয় ও ইংরাজ চিকিৎসক পূর্ব্বে বলিয়াছিলেন তাঁহার পদ মধ্যে গুলি নাই এক জন ইংরাজ এই গুলির জন্য ২০,০০০ টাকা (দিতে চাহেন) গারিবলডি তাহা ফেলিয়া দিতে বলেন, কিন্তু সেনাপতি উহা তাহা সেপলুসের চির স্মারিকায় রাখিয়াছেন। ইহাতেই আরও প্রকাশ পাইতেছে গারিবালডির ন্যায় অসাধারণ স্বদেশ হিতৈষী অর্থ মাত্র গ্রহণ করিয়াছেন।

পঞ্জাবে কুইনাইন ও সিঙ্কোনা বৃক্ষের চাষ হইতেছে। কাঙ্গড়াতেও উহার বীজ বপন আরম্ভ হইয়াছে। আমরা দাৰ্জ্জিলিঙ্গের বৃক্ষের বিষয়ে যেরূপ শ্রবণ করিতেছি তাহাতে পঞ্জাবে সিঙ্কোনা বৃক্ষ হওয়া অসম্ভব নহে।

এতদ্দেশীয়েরা যে বিখ্যাত জুয়াচোর। কিন্তু সম্প্রতি টাইমস অব ইণ্ডিয়া বলিয়াছেন পেনিন্সুলার ওরিএন্টাল কোম্পানি প্রতিযোগিতা নিবারণ করিবার উদ্দেশে ও অংশি-[illegible] রাখিদের কর্ম্মচারিদিগের যেরূপ [illegible]

আপনাদিগের লাভ গোপন করিয়া [illegible] আমরা দেখিব কোম্পানি আপনাদিগের [illegible] দূতা সপ্রমাণ করিতে পারেন কি না [illegible]

রাজকুমার যে লার্ড [illegible] এলগিনকে আপন বাটীতে নিমন্ত্রণ করাতে তাঁহারা তাহা গ্রহণ করেন। তন্নিমিত্ত [illegible] কারি সভার পত্র সমূহ অতিশয় বিরক্ত [illegible] রাছেন। এক মহামতি বলেন সত্য বটে [illegible] লার্ড মহোদয় ইংলণ্ডে রাজার বাটীতে নিমন্ত্রিত হন, তথাপি তাঁহার প্রতিনিধিকে [illegible] বাটীতে নিমন্ত্রণ করা অসম সাহস। [illegible] ভূম শীল শ্রীবৃদ্ধিকারিরা এইরূপ কার্য্যকে [illegible] সাহস বোধ করেন বটে কিন্তু রাজকুমারের তাহা বোধ করেন না।

হায়দরাবাদে এই অদ্ভুত জনরব উঠিয়াছে রোহিলারা লুঠ আরম্ভ করিয়াছে এবং নিজামের এক জন সেনাপতি তাহাদিগকে [illegible] করিতে গিয়া হত হইয়াছেন। মথুরা ও নামে যে ব্যক্তি নানা সাহেবের সহচর বলিয়া [illegible] হন, তাঁহার নিকটে কয়েকখানি পত্র পাওয়া গিয়াছে। এসমুদায় নানা সাহেবের লিখিত। এক খানিতে তিনি লিখিয়াছেন যুদ্ধে পরাজিত হইয়া তিনি এক ডাক হরকরার বেশে পলায়ন করেন। তিনি এক বার ছদ্মবেশে [illegible] দিকাতায় আসিয়া বড় বাজারের বণিকদিগের নিকটে আপনার গবর্ণমেন্টের কাগজ বিক্রী করিয়া শেষে নেপালে পলায়ন করেন। [illegible] সাহেব মধুরাওকে দাক্ষিণাত্যে বিদ্রোহ উপস্থিত করিবার জন্য কয়েকখানি পত্র লিখিয়াছেন। বোধ হয় নানা সাহেবের নাম [illegible] এরূপ অদ্ভুত জনরবের নিবৃত্তি হইবে না।

ফিল্লীগেজেট বলেন এক্ষোর [illegible] অভাবে লাহোর হইতে মুলতান পর্য্যন্ত [illegible] সম্পূর্ণ হইতেছে না। রেইলওয়ে [illegible] ম্পানি ভরিমিত লোকের এতো পাড়িতেছে [illegible] গত বৎসর ২, ৮৩, ৮৬৬ জন আরোহী গমনাগমন করেন, ইহাদিগের মধ্যে ২, ৭৭, ৩৬৬ [illegible] তৃতীয় শ্রেণীতে গমন করেন। কোম্পানি [illegible] [illegible] [illegible]

সিঙ্গাপুর ফ্রি প্রেস বলেন লেপানে বিদ্রোহ হইয়াছে। বিদ্রোহীরা ৩০০০ ফরাশীকে বেষ্টিত করিয়া কিছু দিন তাহাদের বিশেষ কষ্ট দিয়াছে। চীনদেশ হইতে এক দল ফরাশী সেনা ঐ স্থানে গমন করিতেছে। বিদ্রোহ কেবল অর্থ ও সৈন্য ক্ষয়কারক, তাহার দৌরাত্ম্যে ও অতিশয় হানিকর।

পত্র বলেন, ১৮৭১।৭২ অব্দে সিঙ্গাপুরে ৫৯৬,১২,৫২৯ টাকার বাণিজ্যদ্রব্য রপ্তানী ও ৫,৫৭,২১,১০৪ টাকার আমদানী হইয়াছে। সিঙ্গাপুরের ক্রমশঃ শ্রীবৃদ্ধি হইতেছে। কিন্তু কবে আমরা উক্ত উপনিবেশের ব্যয় ভার হইতে মুক্ত হইব?

পাকপত্তন পুরের রাজা তুলার রাহাদারী কর উঠাইয়া দিবার আজ্ঞা করিয়াছেন। উক্ত রাজ্যের সাধারণ তুলার ভূমি পাঁচ বৎসরের জন্য নিষ্কর দেওয়া হইবে। তুলকরকে অন্য বিধ কোন করও দিতে হইবে না। পাঁচ বৎসরের পর রাজ্যের ব্যবহার অনুসারে কর লওয়া হইবে। এক্ষণে এদেশের অনেকে এবিষয়ে আপনাদিগের মহোচ্চতার পরিচয় দিতেছেন, জ্ঞালি ও শ্রীবৃদ্ধিকামিদিগের নিকটে নিস্তার নাই।

বোম্বাইয়ের বিশ্ববিদ্যালয়ের মহামান্য সর আলেকজাণ্ডার গ্রান্টকে আপনাদিগের বাইস চান্সেলর করিয়াছেন। সর আলেকজাণ্ডার গ্রাণ্ট এপদের যথার্থ উপযুক্ত, যে ব্যক্তি তাঁহার বক্তৃতা পাঠ করিয়াছেন তিনি তাঁহার অসাধারণ ক্ষমতা স্বীকার করিবেন।

অযোধ্যাগেজেটের এক জন পত্র প্রেরক বলেন, সিমলা পর্ব্বতের রাস্তার স্থানান্তর করিবার জন্য গবর্ণর জেনরল এক লক্ষ টাকা প্রদান করিয়াছেন। এই টাকা রাস্তার কর দ্বারা আদায় হইবে। সম্প্রতি তথায় দেড় দিন অবিরত বৃষ্টি ও ঝড় হইয়া বহু ২ বৃক্ষ ও বাটি ভগ্ন হইয়াছে। অনেক বাড়ীর ও আনাল বা ... বেগে আপনাআপনি খুলিয়া গিয়াছিল। রাস্তায় এত বরফ পড়িয়াছে যে রাস্তা সকল ... হইয়াছে।

ফরাশীগবর্ণমেণ্ট লণ্ডন হইতে না লইয়া ... বিষয়ে এক বাণিজ্য নিয়ম ভারতবর্ষ ও চীন হইতে রেশম লইয়া যাইবার সঙ্কল্প করিয়াছে। তাহা হইলে লায়ন্স নগর ইউরোপের ... দেশের বাণিজ্য একচেটিয়া করিবে।

মৌলবী আবদুল লতিফ খাঁ বাবু রাজেন্দ্র লাল মিত্র ও ডাক্তর ... কুমার চক্রবর্ত্তী কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সভ্য হইয়াছেন। যদি এতদ্দেশীয় সমাজের প্রতিনিধি স্বরূপ এই তিন জন হইয়া থাকেন কিরূপে ডাক্তর চক্রবর্ত্তী এতদ্দেশীয়দিগের প্রতিনিধি হইতে পারেন, আমরা বুঝিতে পারিতেছি না। তিনি যে কেবল এতদ্দেশীয়দিগের সকল প্রকার সংসর্গ পরিত্যাগ করিয়াছেন এরূপ নহে আমরা শুনিতে পাই তিনি এতদ্দেশীয়দিগের প্রতি প্রসন্ন ও নহেন।

লেপ্টনেণ্ট গবর্ণর আজ্ঞা দিয়াছেন মাজিষ্ট্রেটদিগের অনুমতি পত্র ব্যতিরেকে কেহ বঙ্গবনে ছাল সংগ্রহ করিতে পারিবেন না। দার্জ্জিলিঙ্গে তৎপ্রকার আইন প্রচলিত হইয়াছে।

পঞ্জাব গবর্ণমেণ্ট লাহোর হইতে রাজধানী স্থানান্তরিত করিবেন এরূপ জনরব উঠিয়াছে। সম্প্রতি রাজধানী স্থানান্তরিত করা একটা রোগ হইয়াছে।

গত বৎসর সমুদায় ভারতবর্ষ হইতে ১২,৫২,৯৬৭ বস্তা তুলা রপ্তানী হইয়াছে। বর্ত্তমান বর্ষে আরও অধিক হওয়া সম্ভব।

গত কল্য এক্সচেঞ্জ গৃহে নিম্নলিখিত টাকায় অহিফেন বিক্রীত হইয়াছে:

সিন্দুক		দরে
বেহারের ১৮৩০		১৪৫৫।।/১০
কাশীর ১১৪০		১৩৯১ ৶৫
		মোট টাকা
		২৬,০০২৭৫
		২৭,০৩০২৫

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া ডিসির মোকদ্দমার বিষয়ে বলিয়াছেন এতদ্দেশীয় সাক্ষিদিগের কথায় প্রত্যয় করা যায় না। আর এক স্থানে লেখা হইয়াছে যদি যদি নির্দ্দোষী কথাটির পরিবর্ত্তে স্কটলণ্ডীয় প্রথানুসারে বলিতেন দোষ সপ্রমাণ হইল না তাহা হইলে সর্ব্ব সাধারণের সহিত তাঁহাদিগের মতের একতা হইত। এই লেখার ভাবে স্পষ্ট বোধ হইতেছে তাঁহার মতে ডিসি নির্দ্দোষ নহে।

২৫এ মাঘ শুক্রবার।

ইংলিসম্যান বলেন, অনাবৃষ্টি প্রযুক্ত বেহারে ও মালবে অপেক্ষাকৃত অল্প অহিফেন জন্মিয়াছে।

গত কল্য গবর্ণর জেনরল উত্তর পশ্চিমাঞ্চলে গমন করিয়াছেন। আগামি পরশ্ব কাশীর রেইলওয়ে ষ্টেসনে ভোজ ও নৃত্য হইবে। অনেক ভদ্রলোক কলিকাতা হইতে তন্নিমিত্ত গমন করিয়াছেন। সর রবার্ট নেপিয়র সর্ব্বপ্রধান সভ্য বলিয়া সভাপতিত্বপদে প্রতিষ্ঠিত হইয়া গবর্ণর জেনরলের প্রতিনিধি হইয়া কার্য্য করিবেন।

হরকরা বলেন মুসলমান সম্প্রদায় মৌলবী আবদুল লতিফ খাঁ সর চার্লস উইলিয়ম্‌কে এক অভিনন্দন পত্র প্রদান করিবেন।

আলাহাবাদ গেজেট বলেন, উত্তর পশ্চিমাঞ্চলে বৃষ্টি না হওয়াতে শস্যের বিঘ্ন জন্মিবার সম্ভাবনা। এবার শস্যের দাম প্রায় তেজ হইয়াছে। আহ্লাদের বিষয় কয়েক দিবস হইল ঐ প্রদেশে বৃষ্টি আরম্ভ হইয়াছে।

পিটর, জে. মিড নামক ... কর্ত্তা মৃগবকে ভয় প্রদর্শন করিয়া ... র জন্য কারা রুদ্ধ হন সে আপীলে মুক্ত হইয়াছে। তন্নিমিত্ত উত্তর পশ্চিম গবর্ণমেণ্ট আজ্ঞা দিয়াছেন উক্ত ব্যক্তি ... মেণ্টের কোন কর্ম্ম পাইবে না ... তাহা প্রচারিত হইল। ... আপনার কর্ম্ম পুনঃপ্রাপ্ত না ...

নদীয়া বিভাগের ইঞ্জিনিয়র ... সাহেবের অধীনস্থ প্রভীসাহেবের ... সাক্ষীর অপরাধে নালিশ ... সম্প্রতি ছোট আদালতে ... উক্ত যে নালিশ হয় তাহাতে ... তিনি ইঞ্জিনিয়রের নিকটে ... সম্ম উক্ত তাহা মিথ্যা বলিয়া প্রতিপন্ন করিয়াছেন। আমরা আশা করি ... নির্দ্দোষতা সপ্রমাণ করিবেন।

একরূপ জনশ্রুতি ইংলণ্ডীয় ... দেশীয় যুবরাজকে সেকেলে ... শীয়দিগকে প্রদান করিতে বলিয়াছেন ... র্ত্ত পরিবর্ত্তন এবং নির্দ্দোষ ... তোক না

ইণ্ডিয়ান রিফর্ম্মার বলেন ... মেডিকাল কালেজের ... উক্ত কলেজের ছাত্রদিগের ... প্রস্তাব হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ... সেনের তাহা অগ্রাহ্য করিয়াছেন ... নরের অধ্যাপকদিগকে পরীক্ষক ... ত নহে।

উক্তপত্র আরও বলেন ... কাউন্সেল এমধিন ক্রফ সাহেবের ... ও বালিকা বিদ্যালয় বর্জন ... হেন।

২৭এ মাঘ শনিবার।

এবৎসর। ... জন ... বি, এল হেন, তন্মধ্যে ... বি, এল পরীক্ষায় উত্তীর্ণ ... নম্বর না হওয়াতে এল, এ উপাধি ... ইহার লোপ বলিয়া নির্দিষ্ট হইয়াছেন।

... শীল
... শীল
... নাথ ঘোষ
কেদারনাথ মজুমদার
কৃষ্ণমোহন মুখোপাধ্যায়
ভৈরব চন্দ্র বন্দ্যোপাধ্যায়
... দাস
ঈশ্বর চন্দ্র চক্রবর্ত্তী
অম্বিকাচরণ বসু

১৮ জন এল এল উপাধির পরীক্ষা দেন তন্মধ্যে ৯ জন উত্তীর্ণ হইয়াছেন

তুলসী দাস শীল

অতুলচন্দ্র গঙ্গোপাধ্যায়
রামনাথ শীল
[illegible]ল বন্দ্যোপাধ্যায়
[illegible]ন দত্ত
[illegible]মাচরণ বন্দ্যোপাধ্যায়
[illegible]চন্দ্র বসু
[illegible]চরণ বসু
[illegible]মদার
[illegible] বন্দ্যোপাধ্যায়
[illegible]ধব বসু

ও বি, এ পরীক্ষার ফল স্থির হব[ার] [পূর্বে] [আমা]দের আমরা প্রথমে তদ্বিষয়ের সং[বাদ] দিতে পারিলাম না।

[ব]ারাকপুর অঞ্চলে পীড়ার অত্যন্ত [প্রাদুর্ভা]ব হওয়াতে বারাকপুর হইতে এক ব্যক্তি [লি]খিয়াছেন, গবর্ণমেণ্ট হইতে হুগলীর সিবি[ল] [সার্জ]ন আসিষ্টাণ্ট সরজন জে এলীয়ট সাহেবের [প্র]তি পীড়িত ব্যক্তিদিগের অবস্থাদি অবলো[কন]ের ভার হয়। সম্প্রতি ঐ সাহেব এ অঞ্চলে [আগম]ন করিয়া চৌকিদারের ও বরকন্দাজ দি[গ]কে লইয়া কেবল গ্রাম প্রদক্ষিণ করিয়া গে[লে]ন, পীড়িত ব্যক্তিদিগকে দেখান বা ঔষধ [দে]ওয়ার কিছুই করিলেন না সুতরাং ডাক্তার [সা]হেব আসা ও গবর্ণমেণ্টের ঐ হুকুম দেও[য়া]য় কি উপকার হইল বুঝিতে পারিলাম না, [গব]র্ণমেণ্ট ও ডাক্তার সাহেব কি মনে করিয়া[ছে]ন, যে ডাক্তার আসিয়া ঘুরিয়া গেলেই [জ্ব]র রোগ সকল সে মুখ হইবে না। উক্ত [সা]হেব এক্ষণে বারাসতের দিগে ঘুরিতেছেন, [গব]র্ণমেণ্ট ও এই বিফল ভ্রমণ জন্য ডাক্তার [সা]হেবকে রাহাখরচ করা শরচ দিবেন?

[শু]নিয়াছেন কলিকাতায় লর্ড বিশপ [এ]ই মাসেই উত্তর পশ্চিমাঞ্চল হইতে প্রত্যা[গম]ন করিবেন।

[হর]করা লিখেন বলেন গবর্ণর জেনেরলের [ভ্র]মণ কালে বিশেষতঃ একস্থানে অধিক [দি]ন বাস করিলে কি মনুষ্য কি অন্ত সকলেরই [খা]দ্য দ্রব্য ও শস্যের মূল্য বৃদ্ধি হয়। আমরাও [বিবে]চনা করি যদি কোন উপায় অবলম্বন [করা] হয় তাহাহইলে ভ্রমণ ব্যক্তিমাত্রেরই [উপকার] হইবে। লর্ড হার্ডিঞ্জের সময়ে একটী ক্ষুদ্র [কুক]ুট আবশ্য ২ টাকায় ও এক [illegible] ধ্যার [illegible] টাকায় স্থানে বিক্রয় হয় নাই এবং অ[ন্যান্য] দ্রব্যও অত্যন্ত দুর্মূল্য হইয়াছিল এবং [স]েইরূপ হইবার সম্ভাবনা। গবর্ণর জেনেরল[দি]গের দেশ ভ্রমণের এইত আপাততঃ একটী [ফল]।

[ফি]লিপোগেট বলেন, আমরার অধিক[সং]খ্য সৈন্যদল উপস্থিত হওয়াতে তাবু[সমূ]হ তাম্বুতে ঐ স্থান পরিপূর্ণ হইয়াছে। সৈন্য শিবির ভূমি দেখিলে বোধ হয় যেন চক্রাকারে শ্রেণী রহিয়াছে।

তিনি আরও বলেন তথায় অনেক বৃহৎ [illegible] হইয়াছে। প্রায় ১৭৫১০ মণ বরফ তথায় জমা হইয়াছে।

দুইতিন সপ্তাহের মধ্যেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এ,এল পরীক্ষা আরম্ভ হইবে। ৯ জন পরীক্ষার্থী উপস্থিত আছেন।

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

বুধবার ৬ ঠা ফেব্রুয়ারি।

অনরেবল হারিংটন সাহেব ভারতবর্ষীয় কোর্টের উচ্চকর্মচারিদিগের কারাবাস বিষয়ক আইন সংশোধন করিবার বিলে সিলেক্ট কমিটি প্রস্তুত রিপোর্ট সভায় প্রদান করিলেন এবং উত্তর পশ্চিমাঞ্চলের দেওয়ানি সংক্রান্ত কার্য্য নির্ব্বাহার্থ পেয়াদা নিয়োগ ও তাহাদিগের বেতন বিষয়ক আইন সংশোধন করিবার বিলে সিলেক্ট কমিটী যে রিপোর্ট দিয়াছেন, তাহা সভায় প্রদান করিলেন। আরও দেওয়ানি সংক্রান্ত আইন সংশোধন করিবার যে বিল সিলেক্ট কমিটির হস্তে দেওয়া হইয়াছিল তাঁহাদিগের প্রস্তুত রিপোর্ট হারিংটন সাহেব সভাসমক্ষে উপস্থিত করিলেন।

অনরেবল মেইন সাহেবের প্রস্তাবক্রমে সেণ্ট জর্জ দুর্গের ক্রেমাগত উপনিবেশ এ[ব]ং [illegible] কর্ম্মচারীদিগের গমন করিবার বিলে সিলেক্ট কমিটি যে রিপোর্ট দিয়াছেন, তাহা বিবেচিত হইয়া বিধিবদ্ধ হইল।

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা।

৩১ এ জানুয়ারি শনিবার।

নিম্ন লিখিত ব্যক্তিরা সভায় উপস্থিত।

অনরেবল, জে আর্কেল সাহেব।
ই, এইচ্ লাসন সাহেব।
অনরেবল আসলি ইডেন সাহেব।
মৌলবী আবদুল লতিফ খাঁ, বাহাদুর।
অনরেবল সেটনকার সাহেব।
রাজা প্রতাপচন্দ্র সিংহ।
বাবু প্রসন্ন কুমার ঠাকুর।
বাবু রামগোপাল ঘোষ।

আসলি ইডেন সাহেব ১৮৫০ অব্দের ২২ আইনের অপবিল সংশোধন করিয়া চট্টগ্রামের পূর্ব্ব প্রদেশ, সাধারণ নিয়ম ও আইনের অধীন করিবার বিল পাঠ করিবার প্রস্তাব করিলে ঐ বিল সভায় পঠিত হইল।

আসলি ইডেন সাহেব বঙ্গদেশের দেওয়ানী আদালত সকলের নির্ব্বাহার্থ পেয়াদা নিয়োগ ও বেতন বিষয়ক আইন সংশোধন সংক্রান্ত বিলের প্রস্তাব করিবার পূর্ব্বে বলিলেন সংশোধিত ১৮৬১ অব্দের ২৩ আইনের ২ধারায় পেয়াদা নিয়োগ ও তাহাদিগের বেতনের বিষয়ের বিশেষ নিয়ম নাই, নাজিরেরা কেবল আজ্ঞাকারী পেয়াদা ও তাহাদিগের [illegible] থাকে [illegible]

এবং আর তিনি [illegible] পেয়াদা [illegible] রাখিয়া তাহাদিগকে নির্দ্দিষ্ট বেতন দিবেন ঐ টাকা যাবৎ আদালতের [illegible] ও [illegible] পারে এই প্রস্তাবটী সভায় অনুমোদিত ও গ্রাহ্য হইল।

মৌলবি আবদুল লতিফ খাঁ [illegible] অর্থাৎ ও [illegible] স্থানে থাকিতে [illegible] অনুমতি ব্যতীত নিয়ম সংক্রান্ত বিলে সিলেক্ট কমিটি যে রিপোর্ট করিয়াছেন অধিবেশনে বিচার [illegible] সভায় থাকে এই প্রস্তাবটী সকলের গ্রাহ্য হইল। অনন্তর সভা ভঙ্গ হইল।

১৪ ই ফেব্রুয়ারি শনিবার পর্য্যন্ত সভার কার্য্য বন্ধ রহিল।

ইউরোপীয় সমাচার।

লণ্ডন ৩ই জানুয়ারি। কেপ্টাউনের রুজ কমিটি [illegible] পরাজয়ের বিশেষ বৃত্তান্ত প্রকাশিত হইয়াছে। এপর্য্যন্ত যত প্রকাশ হইয়াছে তাহার মধ্যে ইহাই প্রধান। বিদ্রোহীরা কিয়দংশ পরাজিত সেনাদলকে বলপূর্ব্বক [illegible] হইতে দিয়া তাহা ফুরাইতেছে না। সাক্ষিগণকে আহ্বান করা হইয়াছে। কিন্তু কি কারণ [illegible] জানা নাই। গ্রীসের রাজকীয় লোক এক মত হইয়া রাজকুমার আলফ্রেডকে রাজা করিতে অনুমোদিত করিয়াছে; ইংলণ্ড গ্রীসকে আয়োনীয় দ্বীপপুঞ্জ ছাড়িয়া দিতে চাহিয়াছেন। কিন্তু এ বিষয়ে এ[illegible] [illegible] দিগের সম্মতি লইতে হইবে। [illegible] কর্ম্মচারিদিগের অবস্থা দুর্দ্দশাগ্রস্ত রাজকীয় করিয়া [illegible] বসিয়াছেন। যুদ্ধ সংক্রান্ত সেক্রেটারি অ[illegible] শাসনকর্ত্তা দিগকে বলিয়াছেন [illegible] [illegible] সৈনিক প্রস্তুত করিবার কোন আবেদন গ্রাহ্য হইবে না। ইংলণ্ডীয় মহাসাগরে ভয়ানক ঝড় হওয়াতে অনেক লোকের প্রাণ বিনষ্ট ও বিস্তর জাহাজ জলমগ্ন হইয়াছে। সকল টেম্পা নদ [illegible] বরফ ও কুজ্ঝটিকা যে সংলগ্ন করে [illegible] দিগের যত ক্লেশ হওয়াতে কাজ অপ্রা[প্য] হইয়াছে।

নিউইয়র্ক ২২ জানুয়ারি। আমেরিকার উক্ত রাজ্যের সেনাগণ দক্ষিণ পশ্চিমাঞ্চলে আক্রমণ করাতে সেই দিকে এক দল যুদ্ধ নিবারিত হইয়াছে। দক্ষিণাংশের সেনাগণ বোলিং গ্রিন পুনরায় অধিকার করিয়াছে। [illegible] সাহেব যে স্থান হইতে যুদ্ধ আরম্ভ [illegible] করিতেছিলেন তথায় তাঁহার পশ্চাৎ সেনাদের পথ বন্ধ করিয়াছে; রাসেল কেটকি অধিকার করিয়াছে এবং [illegible] ও বর্জিনিয়া পরিত্যাগ করিয়াছে। ৫ই ফেব্রুয়ারি পার্লিয়ামেণ্ট সভার অধিবেশন হইবে; তুলার বাজার সমান রহিয়াছে।

নিউইয়র্ক ২৫এ ডিসেম্বর। [illegible] সভায় বড় গোলযোগ উপস্থিত হইয়াছে। কোন [illegible] সভার সাধারণতন্ত্রের [illegible] এই অভিপ্রায় প্রকাশ করিয়াছেন যে [illegible] প্রতি তাঁহাদিগের বিশ্বাস নাই। [illegible] প্রতি তাঁহাদিগের কোপ অধিক। [illegible] তৎক্ষণাৎ আপনার কর্ম্ম পরিত্যাগ করেন। [illegible] সেক্রেটারি আমায় [illegible] করিয়াছেন কিন্তু [illegible] তাঁহাদিগে-

...কর্ম্ম পরিত্যাগের প্রার্থনা প্রকাশ করেন নাই। পুনরায় তাঁহাদিগের নিজ নিজ কার্য্যে থাকিতে অনুরোধ করিয়াছেন। সেনাপতি বয়ল সাহেব অন্য সেনাবিভাগের সৈন্যাধিপতির দ্বারা তাঁহার পদ প্রদান করিয়াছেন। সমাপতি লিঙ্কলন উপকূলস্থ প্রদেশ সকলের কর্তৃক এই কথা জানাইয়াছেন তিনি দাসদিগকে মুক্ত করিয়া দিবার যে ঘোষণা করিয়াছেন তাহাতে তিনি বোধ করিয়াছিলেন উত্তম ফল লাভ হইবে কিন্তু যখন বিপরীত ফল ফলিল, তখন তিনি উহার পরিবর্ত্ত করিলেন। ক্ষেম্বর অব কামর্স সংক্রান্ত এক বিল প্রস্তুত করিয়াছেন তাহাতে সপ্ত শত মিলিয়ান ডলার ঋণ করিবার অনুমতি করিয়াছেন। কর্জ্জের দরুন টাকা পাওয়া যাইবে তাহার এই সংস্কার করিয়াছে।

নিউইয়র্ক ২৩এ ডিসেম্বর। সেনাপতি বর্ণস সাইড কর্ম্ম পরিত্যাগের প্রস্তাব করিয়াছিলেন কিন্তু সমাপতি লিঙ্কলন সেই প্রার্থনা গ্রাহ্য করিতে অসম্মত হইয়াছেন। কেহ কেহ অনুমান করিতেছেন উত্তরাংশের মন্ত্রিসভার পরিবর্ত্ত হইবে। সমাপতি হালেক ও ষ্টাণ্টনের উপর সাধারণের অশ্রদ্ধাবুদ্ধি দিন দিন বর্দ্ধিত হইতেছে। সভাপতি লিঙ্কলন ও সেনাপতি হালেক ও ষ্টাণ্টন ইঁহারা অব্যেঁটন হইতে ফ্রেডরিকসবর্গ আক্রমণ করিতে নিষেধ করিয়াছিলেন কিন্তু সেনাপতি বর্ণস সাইড তাহা না শুনিয়া কাল মণ্ডপ হইতে আক্রমণ করেন, একথা তিনি স্বীকার করিয়াছেন। তাহার ১১শত সৈন্য হত ও ৯হাজার আহত হইয়াছে এরূপে তিনি অনুমান করেন এক স্বতন্ত্র গবর্ণমেণ্টসৈন্য ফেডরিকস পরিত্যাগ করিয়া লিঞ্চবর্গ অথবা এনাপোলিস আক্রমণ করিতে যাইতেছেন।

নিউইয়র্ক ২৯এ ডিসেম্বর। ২০০ শতদল কাগজ মুদ্রা প্রস্তুত করিবার একটী বিল বিধিবদ্ধ হইয়াছে। ট্রেজরীর অধ্যক্ষ এক বিল প্রস্তুত করিয়াছেন। তাঁহারা নিয়মিত সুদে ৯ কোটি ডলার কর্জ্জ করিবার অনুরোধ করিয়াছেন। তিনি অধিক পরিমাণে ট্রেজরি নোট প্রচলিত করিবার কোন প্রস্তাব করেন নাই। ১২ই জানুয়ারি উত্তর কাউন্সিলের কার্য্য বন্ধ হইয়াছে। আমেরিকার উত্তরাংশের সেনাপতি কর্টার গোল্ডসবর্গ ও উইলবা লাভিসিয়া অধিকার করিয়াছেন এবং জেন্থিওয়ে রুফিয়া পিটর্সবর্গে প্রত্যাগমন করিয়াছেন।

নিউইয়র্ক ২৭এ ডিসেম্বর—মিসিসিপিতে উত্তরাংশের যে সৈন্য আছে, দক্ষিণাংশের সেনাদল তাহা বিনষ্ট করিবার চেষ্টা পাইতেছেন। সেনাপতি সিউয়ার্ড সন্ধির অভিপ্রায়ে একটী সভা করিবার প্রার্থনা করিয়াছেন। কুম্বারল্যাণ্ডে তিন হাজারেরও অধিক দক্ষিণাংশের সৈন্য বিনষ্ট হইয়াছে। দক্ষিণাংশের সেনারা পটমাক পার হইয়া মেরিলাণ্ডে গিয়াছে এবং ওয়াশিংটনের সহিত টেলিগ্রাফের যে সম্বন্ধ ছিল তাহা ভগ্ন করিয়াছে।

লণ্ডন ১১ই জানুয়ারি, যে চারিজন বাক্তি কার্য্যে ছিলেন, তাঁহাদিগের দোষ মার্জ্জনা হইয়াছে। আমেরিকা হইতে ভারতবর্ষে টেলিগ্রাফ খুলিতে আরম্ভ হইবে।

... নিউ ইয়র্ক ৮ই জানুয়ারি। টেনেসির অন্তর্গত লেক্সিংটন নগরে পাঁচদিনের গুরুতর যুদ্ধের পর বিদ্রোহীরা পরাজিত হইয়াছে। গবর্ণমেণ্টের সেনারা বিক্সবর্গ আক্রমণ করিতে গিয়া দূরীভূত হইয়াছে। ক্রীতদাসদিগের মুক্তি ঘোষণা নিয়ম বিরুদ্ধ বলিয়া সকলে তাহাতে সন্তুষ্ট হয় নাই।

লণ্ডন ১০ই জানুয়ারি। আমেরিকা হইতে কিছুই নূতন সংবাদ আইসে নাই। গবর্ণমেণ্টের সেনারা দক্ষিণ পশ্চিমদিগে বিপদে পড়িতে পারে এইরূপ আশঙ্কা হইতেছে। বিদ্রোহীরা পুনর্ব্বার কেন্টাকি অধিকার করিয়া সেনাপতি গ্রাণ্টের মুখপাতে যাইবার পথ বন্ধ করিয়াছে। কর্ম্মচারিগণের ক্ষুদ্র ক্ষুদ্র সেনাদল কেন্টকির অন্তর্গত গ্লাসগো নগর অধিকার করিয়াছে। বিদ্রোহীরা উইলেন্টর ত্যাগ করিয়াছে। তুরুষ্কদেশে মন্ত্রিপরিবর্ত্তনের যে আশঙ্কা ছিল তাহা দূরীভূত হইয়াছে। ৫ই ফেব্রুয়ারিতে মহাসভার অধিবেশন হইবে। সকলে অনুমান করিতেছেন দুই এক বিষয়ের পরিবর্ত্ত করিয়া সভাপতি লিঙ্কলন ১লা জানুয়ারি ক্রীতদাসদিগের মুক্তি ঘোষণা প্রকাশ করিয়াছেন। নিউ ইয়র্কে এক জন প্রভুভক্ত ভৃত্য প্রিয় শাসন কর্ত্তা হইবার সম্ভাবনা হওয়াতে সকলে উদ্বিগ্ন হইয়াছে।

সভাপতি ডেবিস বৈরনির্য্যাতনার্থী হইয়া সেনাপতি বটলর ও তাঁহার আফিসরদিগের বিরুদ্ধে এক ঘোষণা করিয়াছেন। গবর্ণমেণ্টের আফিসরেরা কাণ্টাউ লইয়া বিস্তর টাকা অপলাপ করিয়া ধৃত হইয়াছেন। আলাবামা জাহাজ ভারতবর্ষীয় ও চীন সমুদ্রে আসিবে। প্রিন্স অব ওয়েলসের বিবাহ মার্চ মাসে হইবে স্থির হইয়াছে তাহার পর তিনি ও তাঁহার স্ত্রী ইংলণ্ডেশ্বরীর প্রতিনিধি স্বরূপ দরবার (সভা) করিবেন। কাউণ্ট বারুজনী, ওয়ালিসের পরিবর্ত্তে টিউরিনে দূত হইয়াছেন। ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট গেজেটে প্রকাশ করিয়াছেন। গ্রীসদেশীয়েরা যদি আয়োনীয় দ্বীপ সমূহ উত্তমরূপে শাসন করিতে পারেন ও তুরুষ্কের সুলতানকে আক্রমণ না করেন তাহা হইলে তাঁহারা উক্ত দ্বীপ সকল প্রাপ্ত হইবেন। সেনাপতি ব্যাজন বটলারের পরিবর্ত্তে নিউঅর্লিন্সের শাসন কর্ত্তা হইয়াছেন। বেনের মন্ত্রী পদ ত্যাগ করিয়াছেন সম্রাট নেপোলিয়ন মহাসভায় বক্তৃতা করিয়া গতবৎসরের ঘটনা সকল উল্লেখ করিয়াছেন।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেণ্টগবর্ণরের আদেশানুযায়ী নিয়োগ।

১২ই জানুয়ারি—ফরিদপুরের ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর বাবু অন্নদাপ্রসন্ন বসু ঐ জেলার মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

২৩এ জানুয়ারি—লেপ্টেনেণ্ট জি. এম. ডিকসন সাহেব কিছু দিনের জন্য সিবিল ইঞ্জিনিয়ারিং কালেজের প্রতিনিধি প্রিন্সিপাল হইয়াছেন।

২৭এ জানুয়ারি—ভবলিউ. কেম্প [illegible] কিছুদিনের জন্য যশোহরের বিভাগের [illegible] প্রাপ্ত হইয়া ১৮৫৪ অব্দের ১০ আইনের [illegible] ধারানুসারে কার্য্য করিবার ক্ষমতা [illegible] ও ১৮৬১ অব্দের ২৫ আইনের [illegible] অনুসারে প্রধানতম বিচারালয়ের [illegible] উপযুক্ত মোকদ্দমা ও দোষিদিগের [illegible] তত্ত্বানুসন্ধান করিবার ক্ষমতা প্রাপ্ত হ[illegible]

২৮এ জানুয়ারি—জে. জি. মর্কেট [illegible] কিছু দিনের জন্য যশোহরের [illegible] তিনি পুলিসের সুপরিণ্টেণ্ডেণ্ট হইবেন।

বাবু কালীপ্রসাদ সেন কিছুদিনের [illegible] কোকসন বাজারবিভাগের তাঁর [illegible] ১৮৫৪ অব্দের ১০ আইনের ১ [illegible] কার্য্যকরিবার ক্ষমতা প্রাপ্ত [illegible] ১৮৬১ অব্দের ২৫ আইনের [illegible] সারে প্রধানতম বিচারালয়ের [illegible] মোকদ্দমা বা দোষি ব্যক্তির [illegible] বার করিবার ক্ষমতা প্রাপ্ত হইবেন [illegible]

২৯এ জানুয়ারি—ডবলিউ. [illegible] ১৮৫৩ অব্দের ১৫ আইন অনুসারে [illegible] র প্রতিনিধি ডেপুটী মাজিষ্ট্রেট [illegible] অব্দের ৯ম নিয়মানুসারে, [illegible] লেক্টর হইবেন এবং ২৫ [illegible] অব্দের ২৫ আইনের ২২ ধারানুসারে [illegible] অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা [illegible]

জে বিলেট সাহেব এম. এ. [illegible] অধ্যাপক হইবেন এম লর, সাহেব [illegible] কার আর এক জন অধ্যাপক হইবেন।

বাবু সোমনাথ মুখোপাধ্যায় [illegible] কারী অধ্যাপক হইবেন।

২৬এ জানুয়ারি—নোয়াখালির ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর এইচ. বি. [illegible] সাহেব ১৮৬১ অব্দের ২৫ আইনের [illegible] অনুসারে প্রধানতম বিচারালয়ের [illegible] মোকদ্দমা ও দোষী ব্যক্তির [illegible] করিবার ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন [illegible]

২৯এ জানুয়ারি—ডবলিউ. বি. [illegible] বের অনুপস্থিত কাল পর্য্যন্ত বাবু [illegible] ঘোষ ময়মনসিংহের ১৮৫৩ অব্দের [illegible] র অনুসারে ডেপুটী মাজিষ্ট্রেট [illegible] অব্দের ৯ নিয়মানুসারে ডেপুটী কালেক্টর [illegible] প্রতিনিধি হইবেন, এবং যে পর্য্যন্ত [illegible] অনুমতি না.. হয়, তদবধি ১৮৬১ অব্দের ২৫ আইনের ২২ ধারানুসারে ঐ জেলার ২য় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইবেন।

ডবলিউ. আর. ফেডিন সাহেবের অনুপস্থিতি কাল পর্য্যন্ত পূর্ব্বোক্ত আইনানুসারে [illegible] ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টরের প্রতিনিধি হইবেন, এবং যত দিন অন্য কোন অনুমতি না হয় তদবধি ১৮৬১ অব্দের ২৫ আইনের ২২ ধারানুসারে ২য় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

৩১এ জানুয়ারি—পুলিসের সুপরিণ্টেণ্ডেণ্ট লেপ্টেনাণ্ট জি. বি মলটোন সাহেব [illegible] হইতে বদলি হইয়া নদীয়ার গিয়াছেন।

পুলিসের সহকারি সুপরিণ্টেণ্ডেণ্ট টি. এলিউ লবিবার সাহেব বদলি হইয়া শিবসাগর হইতে দুরঙ্গ গিয়াছেন।

আসাম পুলিসের সহকারী সুপরিণ্টেণ্ডেণ্ট এ গ্রেইচ কেম্বল সাহেব দার্জিলিং জেলায় গিয়াছেন।

ডাক্তর বিটসন সাহেব যতদিন না আইসেন বা যতদিন অন্য কোন অনুমতি না হয় ততদিন এস. এম. সিম্‌কোর সাহেব চেরাপুঞ্জির সিভিল সহকারী সার্জনের প্রতিনিধি রূপে কার্য্য করিবেন।

২ রা ফেব্রুয়ারি—অনরিবল ডি. জি. টেলর সাহেব ময়মনসিংহের জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন এবং যতদিন অন্য কোন অনুমতি না হয় ততদিন মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধিরূপে কার্য্য করিবেন।

এ. এবার্ডি সাহেব আসাম সিলেটের জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন, এবং যতদিন জেলিকসন সাহেব না আইসেন ততদিন ঐ কাছাড়ের মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধি থাকিবেন।

জি. জি মার্টিনেল সাহেব বাখরগঞ্জের জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন, এবং যতদিন অন্য কোন অনুমতি না হয় ততদিন ঐ বাখরগঞ্জের মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধি রূপে কার্য্য করিবেন।

ডি. টি. টেলর সাহেব ফরিদপুরের জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন এবং যতদিন অন্য কোন অনুমতি না হয় ততদিন ঐ জেলার মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধি থাকিবেন।

জে. এল. ফিলক সাহেব বেহারের জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন এবং যতদিন অন্য কোন অনুমতি না হয় ততদিন ঐ খানকার মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধি থাকিবেন।

এইচ. আর মেডকফ সাহেব নদিয়ার জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন এবং যতদিন অন্য কোন অনুমতি না হয় ততদিন মেদিনীপুরের মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধি থাকিবেন।

ইচ. হ্যামফি সাহেব চট্টগ্রামের জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন এবং যতদিন অন্য কোন আজ্ঞা না হয় ততদিন নোয়াখালির প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর থাকিবেন।

অনরিবল জেকব্‌ গ্রাম সাহেব ত্রিহুতের জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন।

এফ. জি. সিমেন্‌ট সাহেব ত্রিপুরার জাইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটি কালেক্টর হইবেন এবং যতদিন অন্য কোন আজ্ঞা না হয় ততদিন পাবনার মাজিষ্ট্রেট ও কালেক্টরের প্রতিনিধি থাকিবেন।

বাবু কৃষ্ণকিশোর ঘোষ প্রধানতম বিচারালয়ের সিনিয়র গবর্ণমেণ্ট উকীল হইবেন।

[illegible] ডেপুটি ওপিয়ম এজেণ্ট জে. সিউ. মার্টিন সাহেব চতুর্থ শ্রেণীতে উন্নত হইয়াছেন।

হাজিপুরের ডেপুটি ওপিয়ম এজেণ্ট এল. ফুলার সাহেব চতুর্থ শ্রেণীতে প্রমোশন পাইয়াছেন।

পত্র প্রেরকের প্রতি।

কেশবচন্দ্র চক্রবর্ত্তীর পত্র অসংলগ্ন বোধ হওয়াতে পরিত্যক্ত হইল।

১১ ই মাঘ শুক্রবার বাবু দেবেন্দ্রনাথ ঠাকুরের গৃহে ব্রাহ্মদিগের যে সাম্বৎসরিক উৎসব হয় তৎসংক্রান্ত ব্রাহ্মদিগের বিরোধী যে পত্র আমাদিগের হস্তগত হইয়াছে, তাহা আমাদিগের প্রকাশ করিবার ইচ্ছা নাই।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয়েষু।

গবর্ণমেণ্ট সংস্থাপিত বিচারালয়ের কার্য্য সুপ্রণালীতে নির্ব্বাহ হইবার উদ্দেশে এবং বাদী প্রতিবাদীগণকে কষ্ট সহ্য না করিতে হয় এই অভিপ্রায়ে ব্রিটিশ গবর্ণমেণ্ট যে ১৮৫৯ সালের ৮ আইন প্রচার করেন তদনুসারে বিচারপতিগণ কার্য্য করিলে বাদী প্রতিবাদী উভয়ের মঙ্গল হয় সন্দেহ নাই কিন্তু কি পরিতাপ! দেশীয় হাকিম বিচারপতিগণ স্বহস্তে সাক্ষির সাক্ষ্য না লেখাতে পুনরায় সর্ব্বগ্রাসী আমলাগণ যে কিপর্য্যন্ত অত্যাচার করিতেছে তাহা বলিয়া জানান যায় না। বিচারপতিগণ তাহা দেখিয়াও দেখেন না। তাঁহারা কেবল কত মকদ্দমা হইল ইহার প্রতি লক্ষ্য করেন। বাদী প্রতিবাদীর সর্ব্বনাশ হউক না কেন তাঁহারা কতগুলি মোকদ্দমা নিষ্পত্তি করিলেন দিবা রাত্রি এই চিন্তা করিতে থাকেন। আমরা গবর্ণমেণ্ট সংশোধন প্রতি দৃষ্টি করিয়া পদরক্ষ করিবেন। কিমধিক মালপমিতি।

৩০ জানুয়ারি ১৮৬৩।

জিলে মুজাফরপুর।

হং সং বং।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু।

দুষ্প্রবৃত্তি প্রবলে ভিন্ন ভিন্ন স্থান উপদ্রব [illegible]

আবির্ভাব হইতেছে। প্রায় প্রতি রজনীতেই কোন না কোন বাটিতে সিঁদচুরি হইতেছে গত ৯ই তারিখে অদ্রতা এক মহাজনের দোকান কাটিয়া অনেক টাকার দ্রব্যাদি অপহরণ করিয়া এক দিনের জন্য ক্ষান্ত হয়েন। নিবেদিত হইয়াছিল আবার গত রজনীতে এক বেলার সময় গৃহে অতিক্রম এক সিঁদ খনন করিয়া বহুমূল্য দ্রব্যাদি এক সুবৎ সিন্দুক বাহিরে আনয়ন করিতেছিল, এমন সময়ে লোক জাগরিত হইয়া চীৎকার করাতে তস্করগণ প্রাণভয়ে রিক্ত হস্তে প্রস্থান করিয়াছে। এক্ষণে দেখিয়া উক্ত মহাশয় আমাদিগের নগররক্ষকগণ প্রজার রক্ষার্থ কিছুমাত্র যত্নবান হইতেছে না। ইহারা পর্য্যায় (এগারটা হইতে বারটা পর্যন্ত) এক ঘণ্টাকাল কিঞ্চিৎ হো হা করিয়া আসেন। ক্রমে শয়ন করিয়া সুখে নিদ্রা যায় কিন্তু মাস গত হইলে কার্য্য মাথা নির্দ্ধারিত টাকাদের এক পয়সা কম দিবে না। সম্পাদক মহাশয়! নগর রক্ষকদিগের শৈথিল্যে কেবল যে এই একমাত্র অনিষ্ট সঞ্চার হইতেছে এরূপ নহে। ইহাদিগের অমনোযোগে এক গুলি দুষ্ট লোক রজনী ২। ৩ দুটা তিনটার সময় গৃহস্থদিগের আবাসে অগ্নি লাগাইয়া পোড়াইতে আরম্ভ করিয়াছে। এই নিবন্ধন যে কত লোককে কত ক্ষতি সহ্য করিতে হইতেছে তাহা বলিয়া শেষ করা যাইতে পারে না। সেদিবস প্রাতঃকালে সময়ে কোন এক দুষ্ট এখানকার এক ধনাঢ্য তাঁর গৃহে অগ্নি লাগাইয়া গৃহস্বামিনীকে সসন্তানে পোড়াইবার চেষ্টা করিয়াছিল, কিন্তু গৃহস্বামিনী সাধ্বী সৌভাগ্যবশতঃ অতি কষ্টে সন্তানে প্রাণ পরিত্রাণ পাইয়াছে। আর দ্রব্যাদি ভস্মসাৎ হইয়াছে। এ জেলার পূর্ব্বতন মাজিষ্ট্রেট শ্রীযুক্ত বোকোর্ট সাহেব এই একটি নূতন নিয়ম করিয়াছিলেন, যে চৌকিদারের সময়ে চুরি বা অন্য কোন প্রকার অনিষ্ট হইলে তিনি তৎক্ষণাৎ সেই চৌকিদারকে পদচ্যুত করিবেন। করিতেন, এজন্য চৌকিদারেরা কালে অতিশয় যত্ন ও সতর্কতা, সহকারে স্ব স্ব কার্য্য সম্পাদন করিত সুতরাং তস্করের এত প্রাদুর্ভাব ছিলনা। যাহা হউক আমাদিগের বর্ত্তমান মাজিষ্ট্রেট সাহেব ঐ রূপ একটী নিয়ম সংস্থাপন করিয়া নগররক্ষকদিগকে উপযুক্ত মত করিলে প্রজাদিগের মঙ্গল নাই।

পাবনা। একাস্ত বাধ্য।

১৫ ই পৌষ ১২৬৯ সাল। [illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু ।

সম্পাদক মহাশয়। কাল সহকারে কর্ত্তব্য কর্ম্ম সম্পাদনও এসংসার মধ্যে পরিগণিত হইতে চলিল, ইহা কেবল কর্ত্তব্যবিমূঢ় কতক গুলি কার্য্যকারকের দোষ বই আর কি বলিব। যদ্যপি সকলেই স্ব স্ব কর্ত্তব্য কার্য্য যথারীতি সম্পাদনে বদ্ধযুক্ত হইতেন, তাহা হইলে একের দোষারোপ ও অন্যের গুণানুবাদ করণে কখনই লেখনী ধারণ করিতাম না। আমি এই জনপাইগুড়ি মোকামে ক্রমশঃ ৫ বৎসর অবস্থিতি করিতেছি, এবং ৬। ৭ জন পোলিশের দারোগা দেখিলাম, কেহই অনুপযুক্ত ছিলেন না, কিন্তু চুরি কিম্বা ডাকাইতি নিবারণের কোন সদুপায় এ পর্য্যন্ত কাহার দ্বারা হয় নাই বরং থানার অব্যবহিত জনপদ সমূহে মধ্যে মধ্যে চুরি হওয়া অনেকের কর্ণগোচর হইয়াছে। সম্প্রতি শ্রীযুক্ত [illegible] চক্রবর্ত্তী মহাশয় যিনি এই থানার দারোগাগিরি পদে বদলি হইয়া আসিয়াছেন তাঁহার অধ্যবসায় এবং আন্তরিক যত্নে এককালে চুরিকুল নির্ম্মূল হইয়া আসিয়াছে বলিলেও বলা যায়। তিনি এস্থলে সমাগত হইয়া ৯। ১০ মাস মধ্যে প্রায় ৬০। ৭০ জন বদমায়েস লোক ধৃত করিয়াছেন এবং তাহাদিগের মধ্যে অধিকাংশ লোক দণ্ড পাইয়াছে। যদিচ ইহা দারোগা মহাশয়ের কর্ত্তব্য কর্ম্ম বটে কিন্তু তিনি যে তাঁহার পূর্ব্বপদস্থ [illegible] দৃষ্টান্তের অনুসরণ করেন নাই ইহাতেই তাঁহাকে ধন্যবাদ দেওয়া গেল অলমতিবিস্তরেণ।

তাং ১৪ই মাঘ ১২৬৯।

কস্যচিৎ সোমপ্রকাশ পাঠকস্য

জলপাই গুড়ি

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু।

২৩এ অগ্রহায়ণের সুধাকরে দেখিলাম যে সুধাকরের সম্পাদক তাঁহার মজিলপুরস্থ সংবাদ দাতার সংবাদ অনুসারে লিখিয়াছেন "আমাদিগের মজিলপুরের সংবাদদাতা লেখেন মজিলপুরের বালিকা বিদ্যালয়ের সাহায্যার্থ কলিকাতার অনেক বিদ্যোৎসাহীগণ বিশেষ [illegible] কালেজের অনেক ছাত্র যে চাঁদা প্রদান করেন তাহা উক্ত বালিকা বিদ্যালয়ের কার্য্যাধ্যক্ষ প্রাপ্ত হয়েন না এবং সেই সকল টাকা [illegible] কোন কার্য্যে ব্যয়িত হয় না। ইহা- [illegible] সম্পূর্ণই অলীক, সুধাকরের সম্পাদকের মজিলপুরস্থ সংবাদদাতা যে কি জন্য এপ্রকার সংবাদ দিয়াছেন তাহা উক্ত সম্পাদক ও তদীয় পাঠকগণ নিম্নস্থ বিবরণ পাঠেই জানিতে পারিবেন। প্রথমতঃ চাঁদা শুদ্ধ বালিকা বিদ্যালয়ের ব্যয়ের জন্য সংগৃহীত হয় না। যত টাকা সংগৃহীত হয় তাহার কিয়দংশ কতকগুলি মজিলপুরস্থ দরিদ্র [illegible]লকের বিদ্যাশিক্ষার, কিয়দংশ মজিলপুর [illegible] বঙ্গবিদ্যালয়ে, কিয়দংশ মজিলপুরের বালিকাবিদ্যালয়ে, ও কিয়দংশ অন্যান্য বিদ্যালয়ে এবং এই সকল বিদ্যালয়ের পারিতোষিক প্রদান প্রভৃতি দেশহিতকর কার্য্যে ব্যয়িত হয়। অন্যান্য বিষয়ে কোথায় কি পরিমাণে দেওয়া হয় তাহা আমি বিশেষ অবগত নহি কিন্তু বালিকাবিদ্যালয়ে যে পরিমাণে দেওয়া হয় তাহা লিখিলাম। যে অবধি আমি বালিকাবিদ্যালয়ের সম্পাদকীয় পদ গ্রহণ করিয়াছি অর্থাৎ ১৮৬১ সালের মে মাস হইতে গত ডিসেম্বর মাস পর্য্যন্ত এই বালিকা বিদ্যালয়ে উক্ত চাঁদা হইতে ১৯, টাকা পাওয়া গিয়াছে। এতদ্ব্যতীত চাঁদার টাকা হইতে কিছু টাকা বালিকাবিদ্যালয়ের বিদ্যামন্দির নির্ম্মাণের নিমিত্ত রাখা হইয়াছে। সুধাকর সম্পাদক মজিলপুরনিবাসী হইয়া এ প্রকার গুরুতর বিষয় অনুসন্ধান না করিয়া কিপ্রকারে এরূপ লিখিয়াছেন ইহাতে আমি অতিশয় বিস্মিত হইলাম। যাহা হউক তাঁহার সুধাকর যদি এপ্রকার মিথ্যায় বারম্বার কলঙ্কিত হয় তবে ক্রমেই সুধাকরের স্বাভাবিক কলঙ্ক আরও বৃদ্ধি পাইয়া সমস্ত জ্যোতি লোপ করিবে। উক্ত সম্পাদক মহাশয় তাঁহার সুধাকরের এই সকল অলীক কথা [illegible] পাঠকবৃন্দকে এই সকল ঘটনা জানাইবেন। যদি কাহারও মনে সন্দেহ জন্মিয়া থাকে তবে তাহা অবিলম্বে দূর হইবেক।

শ্রীতারাপদচন্দ্র মিত্র মজিলপুর

বালিকাবিদ্যালয়ের সম্পাদক।

সন ১২৬৯

১৮ পৌষ মজিলপুর

[illegible]

মহাশয় সমীপেষু।

মহাশয়! এক্ষণে কতিপয় ব্রাহ্মমহাশয়ের ধর্ম্মাচরণ দেখিয়া অন্যান্য অনেক ব্রাহ্মকে তাহাকে বিশেষ বিরক্তি প্রকাশ করিতে [illegible] আমি অতিশয় ভীত হইয়া মহাশয়কে [illegible] পত্র প্রদান করিয়া আমার [illegible] নিকট কিছু উপদেশ প্রার্থনা করি[illegible] হয়ে স্বীয় অভিপ্রায় প্রকাশ করতঃ ঠিক [illegible] করিতে আজ্ঞা হইবেক।

শৈশবকালাবধি পৌত্তলিক ধর্ম্ম [illegible] পদ্ধতি ক্রিয়াকাণ্ডে অশ্রদ্ধা ও অবিশ্বাস [illegible] জলময় ঈশ্বরের প্রতি অচলা ভক্তি [illegible] ব্রাহ্মধর্ম্মানুযায়ি উপদেশ সকল প্রাপ্ত [illegible] সাধ করিয়া আমি তদনুসারে [illegible] থাকি, কিন্তু এপর্য্যন্ত কোন বিশেষ [illegible] লক্ষিত না হওয়ায় নিজ বিশ্বাস [illegible] অপ্রকাশিত রহিয়াছে। এক্ষণে [illegible] পিতার যে রূপ অবস্থা তাহাতে বোধ [illegible] তিনি ইহলোক পরিত্যাগ করিবেন। [illegible] পুরাণী আমার মনের বিশ্বাস [illegible] পারিয়া প্রায় সর্ব্বদাই আমাকে [illegible] থাকেন যে "আমার মৃত্যু হইলে কি রূপ [illegible] করিবে" তাহাতে আমি কি করা কর্ত্তব্য [illegible] নিরূপণ বুঝিতে না পারিয়া এই রূপ উত্তর [illegible] থাকি "যাহা হইবার তাহাই হইবে"। তাহাতে পিতা মাতা এরূপ উত্তরে সন্তুষ্ট না হইয়া [illegible] থাকেন। "কেশো বাবু পিতার শ্রাদ্ধ করিয়াছেন ও রীতিমত শ্রাদ্ধ করিত"।

মহাশয়! আপনাকে যথার্থই [illegible] যদিও এরূপ ঘটনাই বটে তাহা হইলে [illegible] কিছুই বুঝিতে না পারিয়া এবং পৌত্তলিক মতে শ্রাদ্ধাদি ক্রিয়াতে একান্ত অনিচ্ছুক থাকায়, আপনাকে প্রবীণ, বিজ্ঞ ও সমদর্শী জানিয়া মহাশয়ের নিকট এই প্রার্থনা করি যে আপনি অনুগ্রহ প্রকাশিয়া অচিরাৎ আমাকে [illegible] উপদেশ প্রদানদ্বারা আপ্যায়িত করিবেন। [illegible] কিরূপ আচরণ করিব এবং [illegible] কিপ্রকারে সম্পন্ন করিতে পারিলে [illegible] সর্ব্বজনরঞ্জনীয় ও লোকহিতৈষী পত্রিকায় প্রকাশ করিলেই আমি ধন্যবাদের সহিত [illegible] করিয়া সকল মনোরথ হইব।

[illegible] ১৪ ই মাঘ কোঃ এক ব্রাহ্ম।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক

মহাশয়েষু।

যেমন সম্প্রতি এখানকার মুনসেফি আদালতে এক অতিরিক্ত মুনসেফ আসিয়াছেন [illegible] মহোদয় [illegible]

বন্ধ করিয়াছেন। গত শনিবার ৪০টি মোকদ্দ-
, অধিক নিষ্পত্তি হইয়াছে, এতদ্ব্যতিরিক্ত
তাধিক সাক্ষ্যের জবানবন্দি হইয়া গিয়াছে,
াতে যেরূপ সূক্ষ্ম বিচার হইতেছে বিচারকগণ
ক্তিদিগের বিদিত হইবেক। এস্থলে এই মাত্র ব-
া যার কোড়া তার ভোগ বৈবক্যের কি, আ-
লের ভার মুক্ত আছে। ইংলণ্ডের দোষি সঙ্খ্যা
ার বিষয় কিঞ্চিৎ লিখিতে মানস করিয়াছি।
হা এই, ইংলণ্ডে ১৮৬১ অব্দে প্রতিশত কারা
অপরাধির মধ্যে ২৮টি স্ত্রীলোক, ইহাতে প্র
াক ৪ব্যক্তি অপরাধির মধ্যে ১টি স্ত্রীলোক হই
ছে। গুরুতর অপরাধে দোষী সংখ্যা ১৯৩৫৯
ুষ এবং ৩৯৭৭ স্ত্রীলোক, অর্থাৎ স্ত্রী সংখ্যা ৩১
০০, অপ হত্যাব্যতিরিক্ত অন্যবিধ দোষগ্রস্ত
ণীয় স্ত্রীলোক সংখ্যা মোট ৩৯৭৮১ অর্থাৎ
লণ্ডের সমুদয় স্ত্রী সংখ্যা মধ্যে ৮৯৩০৩
ন অপরাধী অর্থাৎ প্রত্যেক ১০৯ জনের এক
নদোষী।

প্রাঃ কস্য
সাং আমতা

শ্রীযুক্ত সর চারলস ট্রিবেল্যান মহোদয়
প্রতি নিবেদন।

শুন ট্রিবেলন মহামতি।
কত আশা করি তোমা প্রতি।
হও তুমি মহাশয়, বিচক্ষণ মহোদয়,
ভারতের হিতকারী অতি ॥ ১ ॥

তুমি হে অশেষ গুণধাম।
পুর দীনতারকের কাম।
কাতরে ভারত চায়, যদি তার কর দায়,
চিরকাল রবে তব নাম ॥ ২ ॥

বিদীত ভারতবাসিগণ।
কত দুখ সহে অকারণ।
মুখেতে বিদ্রোহ করে, পিঠে কত প্রাণে মরে,
পিঠে কত সহিছে এখন ॥ ৩ ॥

প্রবলের কত অত্যাচার।
সহিছে ভারত অনিবার।
আবার শ্রীযুতগণ, এবে নাম সম্বোধন,
হল বল করিছে বিস্তার ॥ ৪ ॥

আর এক হয়েছে বিষম।
কাল ইনকম আগমন।
দু দুই অধি লোকে কয়, বিকল সামান্য নয়,
হরিষের মধ্যে ছোট যম ॥ ৫ ॥

সুখদের একে কম আয়।
তাহাতে ইনকম কিবা দায়।
অনটন বার মাস, এবে লাগে মাস মাস,
কপালের লেগেছে টেক্সায় ॥ ৬ ॥

কত লোকে ইনকম তরে।
গোপেতে কতই স্তুতি করে।
ছেলের সুন্দর বেশ, কাপড় পাবেতে কেশ,
খিল দিয়ে গোপনে থাকে ঘরে ॥ ৭ ॥

পাঁচ শত মুদ্রা আয় যার।
বটে পাপ মুক্ত দেহ তার।
কিন্তু কভু শিপিউল, চক্ষে তার বর্ষে শূল,
কেরে কেলে অশেষ প্রকার ॥ ৮ ॥

সত্য বটে যাঁরা ধনিবর।
ইনকমে নাহি পান ডর।
কিন্তু আর জানাইতে, সেই হারে গুণে দিতে,
মর্ম্মান্তিক তাঁরাও কাতর ॥ ৯ ॥

এত কষ্ট সহে কি কারণ।
ভারতবর্ষের প্রজাগণ?।
সিন্ধু সম বাজে আয়, ইনকম বিন্দু প্রায়,
কিসে ঘোচে তাতে অনটন? ॥ ১০ ॥

রাজার সংসারে মিছা ব্যয়।
জান তুমি কতই তা হয়।
সেই ব্যয় প্রশমনে, হাত তুমি প্রজাগণে,
কুঁচোমেরে হাতে গন্ধ কয় ॥ ১১ ॥

আর এক আছে নিবেদন।
বিদ্যা দানে দাও তুমি মন।
সাধারণ জনগণ, যাতে পায় বিদ্যাধন,
তাতে ধন কর বিসর্জ্জন ॥ ১২ ॥

কস্যচিৎ দুঃখিবাঙ্গালিজনস্য
সাং কলিকাতা

মূল্যপ্রাপ্তি

শ্রীযুক্ত বাবু শ্রীপতি ভট্টাচার্য্য বাঁকুড়া
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত
কোং ৫॥০ টাকা।

শ্রীযুক্ত বাবু দ্বারকানাথ মল্লীক পটলডাঙ্গা
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত
কোং ১০

„ ঈশ্বর চন্দ্র মুখোপাধ্যায় জৈনাবাদ
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত
কোং ১০

„ তারিণীচরণ মুখোপাধ্যায় বড়িষা
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত কোং ৩

„ নবীনচন্দ্র সিদ্ধান্ত জয়পুর
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত কোং ১০

„ রাজা কন্দর্পেশ্বর সিংহ কচিবাড়া
১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত কোং ৫

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটি
বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে মফস্বলে সোমপ্র-
কাশ প্রেরণ করা যায় না।

ইহার অগ্রিম মূল্য বার্ষিক ১০ এবং ষাণ্মা-
সিক ৫॥ টাকা। ছয় মাসের ন্যূনে লওয়া যায় না।

যাঁহারা সোমপ্রকাশের মূল্য ষ্টাম্প টিকিটে
পাঠান তাঁহারা এক অথবা আধ আনার অধিক
মূল্যের ও রসীদের টিকিট না প্রেরণ করেন।

যখন যিনি মফস্বল হইতে সোমপ্রকাশের
মূল্য পাঠাইবেন তাহা যেন রেজিষ্টারি করিয়া
দেন।

পূর্ব্বপ্রদত্ত মূল্যের কাল অতীত হইলে মূল্য
না পাঠাইতে কেহ যেন অসঙ্গত বিলম্ব না
করেন।

যাঁহাদিগের মূল্য দিবার সময় অতীত হইয়া যাইবে, সপ্তাহমত সময় প্রতীক্ষা করিয়া
প্রথমে সোমপ্রকাশে প্রচার করিয়া তাহার
পর চিঠি লিখিয়া জানান হইবে, যদি তা-
হাতে কোন উত্তর অথবা মূল্য না পাওয়া যায়,
কাগজ বন্ধ হইবে। মূল্যের নিমিত্ত চিঠি বেয়া-
রিং পাঠান হইবে। কলিকাতা সংস্কৃতকা-
লেজে আমাদিগের নামে চিঠি আইলে আ-
মরা শীঘ্র পাইব।

যাঁহার যখন সোমপ্রকাশ পরিত্যাগ করিবার
ইচ্ছা হইবে চিঠি লিখিয়া না জানাইলে
তাহা গ্রাহ্য করা যাইবে না।

কেহ সোমপ্রকাশে বিজ্ঞাপন দিতে ইচ্ছা
করিলে তাঁহাকে প্রথম বার প্রতি পংক্তি ০
আনা দ্বিতীয় ও তৃতীয় বার /১০ আনা করিয়া
দিতে হইবে তাহার পর /০ আনা করিয়া
লওয়া যাইবে।

মফস্বলের যাঁহারা হইবেন, তাঁহা-
দিগের স্বতন্ত্র ডাকমাশুল দিতে হইবে

এই পত্র কলিকাতার দক্ষিণ চাঙ্গড়িপোতার শ্রীদ্বারকানাথ বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

সবকর্মা মন্ত্রলিপিবিনাথে পার্থিবঃ সরস্বতী সুনিলমতী ন ধীরা।

১৪সংখ্যা। { সন ১২৬৯ । ৫ ই ফাল্গুন । ইং ১৮৬৩ । ১৬ ফেব্রুয়ারি } মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০ টাকা

সোমপ্রকাশের কলেবর বৃদ্ধি

সংক্রান্ত বিজ্ঞাপন।

অদ্য অবধি সোমপ্রকাশের আর এক পৃষ্ঠা বৃদ্ধি হইল। অতঃ পর যাঁহারা মাসা-ক মূল্য দান করিবেন, তাঁহাদিগকে এক টাকে চারি আনা দিতে হইবে, বার্ষিক অগ্রিম মূল্য (১০ টাকা) অপরিবর্ত্তিত রহিল। মফস্বলের গ্রাহকদিগকে স্বতন্ত্র ডাক মাসুল দিতে হইবে। বার্ষিক ডাক মাসুল ৩.০ টাকা, যাঁহারা মূল্য প্রেরণ না করিয়া চিঠি রেজেষ্টরী করিয়া দিবেন, তাঁহারা তাহার ব্যয় (চারি আনা) বাদ পাইবেন। যাঁহারা স্বত ডাক মাসুল দিতে অসমর্থ হইবেন, জানাইলে, আমাদিগের হৃৎপ্রত্যয় হইলে তাঁহাদিগকে মাসুল দিতে হইবে না।

বিজ্ঞাপন।

ফরিদপুর জিলার অন্তঃপাতী বাটকেশ্বরি ...তপুর নামে যে পত্তনি তালুক আছে, ... দরপত্তনি দেওয়া অথবা বিক্রয় করা ...বে। যাঁহার সেই তালুক দরপত্তনি লইতে অথবা ক্রয় করিবার ইচ্ছা আছে, তিনি কলিকাতায় কার্ত্তর ভিনর কোম্পানিস নিকট আবেদন করিলে সবিশেষ বৃত্তান্ত জানিতে ...

বিজ্ঞাপন।

পোর্টকমিশনরস।

... জলপথে কলিকাতার সীমানায় ...

... ...

সরকার বাহাদুরের হুকুমানুসারে সর্ব্ব-সাধারণকে জ্ঞাত করা যাইতেছে যে অদ্য ... তারিখ অবধি সুলুপ, জাহাজ, মালবোট, ডিঙ্গা, বজরা, এবং উপর মুলুকের নৌকা সকল এই হুগলি নদীতে রাত্রিযোগে কলিকাতা সীমা মধ্যে যাতায়াতকালীন সম্মুখে মাস্তোলের ভিতর আলো রাখিবেক অর্থাৎ সে স্থানে রাখিলে দূর হইতে স্পষ্ট দৃষ্টি হয়, যদ্যপি উক্ত নিয়মের অন্যথা হয় তবে একশত টাকা (১০০) জরিমানা দিতে হইবেক।

ইং১৮৬৩।

জলপথে প্রবেশের নিয়ম কর্ত্তা।

কলিকাতা।

বিজ্ঞাপন।

রামবাবু, হরু ঠাকুর, রাম নৃসিংহ, গৌর কবিরাজ, নিত্যানন্দ বৈরাগী, কৃষ্ণমোহন ভট্টাচার্য প্রভৃতি প্রাচীন কবিওয়ালাদিগের উত্তম উত্তম গানগুলি সংগৃহীত ও একত্রিত করিয়া মুদ্রিত করা গিয়াছে। পুস্তকের মূল্য ... টাকা ...।

কলিকাতা।

বহুবাজার ষ্ট্রিট ১৬ নং বাটী।

শ্রীগোপাল চট্টোপাধ্যায় এবং কোং

বিজ্ঞাপন।

সর্ব্বসাধারণের গোচরার্থ প্রকাশ করা যাইতেছে যে, কলিকাতাস্থ গবর্ণমেণ্ট ও গবর্ণমেণ্ট সাহায্যকৃত এবং অপর বঙ্গ বিদ্যালয়ের বালকবর্গের উৎসাহার্থ গবর্ণমেণ্ট বার্ষিক যে ৯ টী বৈতনিক ছাত্রবৃত্তি প্রদান করিয়াছেন তৎ-... বিদ্যালয়ের বালকগণকে বর্ত্তমান বৎসরে নিম্ন লিখিত বিষয়ের পরীক্ষা দিতে হইবেক।

বর্ত্তমান বৎসরের ছাত্রবৃত্তির নিম্নলিখিত বিষয়ের পরীক্ষা দিতে হইবেক।

বাঙ্গালাসাহিত্য।

চারুপাঠ ১ম ভাগ, বস্তুবিচার, ... কবিতাপাঠ, প্রবন্ধলিখন।

ব্যাকরণ।

সন্ধি, লিঙ্গ, ক্রিয়া, কারক।

ভূগোল।

পৃথিবীর চারি প্রধানখণ্ডের ও ... মানচিত্র লিখন।

ইতিহাস।

বাঙ্গালা ইতিহাস ২য় ভাগ।

অঙ্ক।

ত্রৈরাশিক পর্য্যন্ত।

১১, ১২, ১৩, অর্থাৎ ... সর বালকগণকে পাঠ্যবিধিতে শিক্ষা দিতে হইবেক যথা।

বাঙ্গালা সাহিত্য।

নব প্রবন্ধসার, নৈতিবোধ ১ম ভাগ, পাঠ, প্রস্তাবলিখন ও রচনাকরণ।

ব্যাকরণ।

সন্ধি, লিঙ্গ, ক্রিয়া, কারক, সমাস,

ইতিহাস।

বাঙ্গালা ইতিহাস ২ য় ভাগ ও কৃষ্ণচন্দ্ররায়ের ভারতবর্ষের ইতিহাস।

ভূগোল।

তারিণীচরণকৃত ভূগোলবিবরণ পৃথিবীর চারি প্রধানখণ্ডের ও এসিয়ার ... দেশের মানচিত্র লিখন।

অঙ্ক।

সামান্য ভগ্নাংশ পর্য্যন্ত।

য বালক ক্রুতলিগনে এবং বাঙ্গাল পুর্ব্ব
ক অপারগ হইবে তাহার অন্যান্য বিষয়ে
গ্রহণ করা যাইবে না। যে যে বালক প
উত্তীর্ণ হইয়া এই সকল ছাত্রবৃত্তি পাইবে
তাহারা হিন্দু বা অন্য কোন গবর্ণমেন্ট স্কুলে
বিনা বেতনে পাঁচ বৎসরকাল পাঠ করিতে
১৮৬৩ সাল। তারিখ ২৩এ

এইচ উড্রো
বাঙ্গালা মধ্যবিভাগের স্কুল
সমূহের ইন্‌স্পেক্টর।

সোমপ্রকাশ।

৫ই সোমবার।

মধ্যে মধ্যে দেখিতে পাওয়া যায় সোমপ্রকাশের মফস্বল গ্রাহকগণের কেহ কেহ বিস্মৃতি ক্রমে মুল্য প্রেরণ করিতে অসঙ্গত বিলম্ব করেন, তাহাতে আমাদিগের নিয়ম ব্যাঘাত ও অসুবিধা ঘটে। এই নিমিত্ত আজি অবধি এই নিয়ম করা যাইতেছে, যে মাসে যে যে ব্যক্তির মুল্য কাল অতীত হইবে, তাঁহাদিগের স্মরণার্থ "প্রাপ্য মুল্য" এই শিরোনাম দিয়া তাঁহাদিগের নাম, বাসস্থান ও মুল্যনিঃশেষকাল লিখিয়া দেওয়া হইবে। তাহার পরও যিনি অসঙ্গত বিলম্ব করিবেন, তাঁহাকে আর একবার জানান হইবে, তাহাতেও যদি মুল্য অথবা চিঠি না আইসে, তাঁহার সোমপ্রকাশ লওয়া অভিপ্রেত নয় বিবেচনা করিয়া কাগজ বন্ধ করা হইবে।

আমরা অতিশয় দুঃখিত হইলাম, পরি[illegible] অকালে দেহ পরিত্যাগ করিয়াছে। [illegible] ভাষায় এক খানিও উৎকৃষ্ট দৈনি[ক] সম্বাদ পত্র নাই। পরিদর্শকের দেখি[য়া] আমাদিগের কথঞ্চিৎ এই [illegible] ছিল যে ইহা ক্রমে সেই ক্ষোভ দূর [করি]তে সমর্থ হইবে, কিন্তু তাহাও উচ্ছ[ন্ন] হইল। সম্পাদক বিরক্ত হইয়া পরি[দর্শক] উঠাইয়া দিলেন। তিনি বিরা[গের] যে কারণ নির্দ্দেশ করিয়াছেন, [গ্রাহক]গণের অনাদর উহার অন্যতর বলিয়া উপন্যস্ত হইয়াছে। ইংরাজী সমাচার পত্রাদির ন্যায় সমাচার পত্র পাঠের মর্ম্মজ্ঞ ও তৎপাঠে অনুরক্ত লোক বাঙ্গালিদিগের মধ্যে আজিও অধিক হন নাই যথার্থ বটে, কিন্তু যদি অনুধাবন করিয়া দেখা যায়, তাঁহাদিগের স্কন্ধে সম্পূর্ণ দোষক্ষেপ কোন ক্রমেই ন্যায়ানুগত বলিয়া প্রতীয়মান হয় না। এক্ষণে আমরা দেখিতে পাইতেছি, বাঙ্গালিদিগের দিন দিন পাঠক্ষুধা বৃদ্ধি হইতেছে। কিন্তু সেই বুভুক্ষার অনুরূপ ভোজ্য লাভ না হওয়াতে তাহার আবার মান্দ্য হইয়া যাইতেছে। ফলতঃ আমাদিগের সংস্কার এইরূপ, সম্পাদকদিগের যথারীতি পত্র সম্পাদন ক্ষমতা বিরহ বাঙ্গলা সমাচার পত্রের উন্নতির সমধিক প্রতিবন্ধকতা করিতেছে। ভাল সমগ্রী প্রস্তুত করিয়া সম্মুখে উপস্থিত করিলে কাহার তাহাতে লোভ না জন্মে? ভাল মন্দ বুঝিতে পারেন, এখন এরূপ অনেক লোক হইয়াছেন। আমরা সম্পাদকের একটী সক্ষোভ অনুচিত প্রতিজ্ঞা দেখিয়া যার পর নাই ক্ষুব্ধ হইলাম। তিনি প্রতিজ্ঞা করিয়াছেন, বাঙ্গালি সমাজের এরূপ অবস্থা থাকিতে তিনি আর বাঙ্গালিদিগের উপকার করিবেন না। তাঁহার সদৃশ দেশহিতৈষী উদারস্বভাব ব্যক্তিরা যদি এরূপ প্রতিজ্ঞা করেন, তবে কাহা হইতে সমাজের অবস্থা সংশোধিত হইবে? যে যে রূপ ব্যবহার করুক না কেন? সম্মুখে যত কেন প্রতিবন্ধক উপস্থিত হউক না, সমুদায় অতিক্রম করিয়া সৎকর্মসাধন করিব, মহত্তের এইরূপ মহতী প্রতিজ্ঞা চাই। অল্পে ভগ্নোৎসাহ হওয়া আমাদিগের একটী নৈসর্গিক দোষ, তাহাতেই এদেশের উন্নতি এত পশ্চাদ্বর্ত্তিনী হইয়াছে।

বহু দিন হইল, অচিহ্নিত কর্ম্মচারিরা আপনাদিগের পেন্সন বিষয়ের সুবিধার্থে[উদ্যো]গী হইয়া সর চারলস উডের নিকটে এ[ক] আবেদন করিয়াছিলেন। সম্প্রতি শুনা [যা]ইতেছে, সেই আবেদন পত্র তাঁহার অ[নু]মতি সহিত রাজধানীতে উপনীত হইয়াছে, কিন্তু আজিও গেজেটে প্রচারিত হয় নাই। আবেদনকারিদিগের পাঁ[চ] বৎসর করিয়া লাভ হইয়াছে। পূর্ব্বে ২০ ও ৩০ বৎসরে স্ব স্ব বেতনের তৃতীয় ও অ[র্দ্ধ] অংশ পেন্সন পাইবার নিয়ম ছিল, এখ[ন] ১৫ ও ২৫ হইতেছে। কিন্তু এই ১৫ ও ২[৫] বৎসরে পেন্সন লইতে হইলে ডাক্তারে[র] সর্টিফিকট দিতে হইবে। ৩০ বৎসর হ[ই]লে আর সর্টিফিকটের প্রয়োজন হইবে না। অন্য কারণে হউক আর পীড়া নি[বন্ধ]ন হউক, কোন ছুটিই কর্ম্ম কালের মধ্যে পরিগণিত হইবে না, কেবল গবর্ণমে[ন্ট] অনুগ্রহ করিয়া, প্রিবিলেজ লীভ বলিয়া যে ছুটি দিয়া থাকেন, তাহা পরিগণিত হইবে। কর্ম্মচারিরা পাঁচ বৎসর করিয়া [illegible] লাভ করিলেন, ইহা সামান্য লাভ নহে, তবে আকাঙ্ক্ষার ইয়ত্তা নাই, এই ইচ্ছা হইতেছে, যদি বিনা ডাক্তারের সর্টিফিকেট ২৫ বৎসর, আর সর্টিফিকেটে ২০বৎসর পর্য্যন্ত পেন্সনের নিয়ম হইত, তাহা হইলে ভাল হইত। ভারতবর্ষে অবিচ্ছেদে আত্ম শরীরে ২৫ বৎসর কর্ম্ম করা সহজ কথা নয়, অনেকের অদৃষ্টে ইহা ঘটিয়া উঠিবার সম্ভাবনা নাই। একটী বিষয়ে অতিশয় অন্যায় আজ্ঞা হইয়াছে, পীড়া কালকে কর্ম্মকাল মধ্যে গণনা করা অতিশয় উচিত ছিল।

যে বিষয় যাহার নিতান্ত প্রিয় ও [অভী]ষ্ট হয়, অনাৰ্থ ঘটনাকেও সে তদনুকূল বলিয়া গণনা করে; আমরাও সেইরূপ সর চারলস ট্রিবিলিয়ানের যাবতীয় [চে]ষ্টাকে ইনকমট্যাক্সের উন্মূলন বিষয়ে অনুকূল বলিয়া গণনা করিতেছি। শুনিলাম চারলস ট্রিবিলিয়ান অধিক পরিমাণ

াট প্রচলিত করিবার চেষ্টায় আছেন
ামাদিগের বোধ হইল, ইহা ইনকমটাক্স
চাইবার পূর্ব্ব আয়োজন। ইনকমটাক্স
ঠাইতে হইলে যে যে উপায় অবলম্বন
রা আবশ্যক, অধিক পরিমাণে নোট
চলিত করিয়া আয় বৃদ্ধি করা তাহার
ন্যতর। এ উপায়ে কোন শ্রেণী অথবা
ম্প্রদায়ের বিদ্বেষ জন্মিবার সম্ভাবনা নাই।
াহার প্রতি অত্যাচার করণও সম্ভাবিত
হে। গবর্ণমেণ্টের প্রতি প্রজার যদি বি
াস থাকে, এ উপায়দ্বারা অর্থলাভ দুরূহ
াধ হইতেছে না। গবর্ণমেণ্ট ক্রমে প্রজার
প্রয় ও অভীষ্ট কার্য্যের অনুষ্ঠান দ্বারা
নুরাগ ও বিশ্বাস ভাজন ও হইয়া উঠিতে
ছেন। যদি কোন গৃহে নগদ টাকা অল্প
ঞ্চিত থাকে, আর অধিক পরিমাণে নোট
চলিত হয়, আকস্মিক দুর্ঘটনা কালে
বর্ণমেণ্টের বিপদাপন্ন হইবার সম্ভাবনা
া ছে, এই বলিয়া অনেকে যে আশঙ্কা
রিয়া থাকেন, তাহা আমাদিগের নিকটে
ক্তিসহ বলিয়া প্রতীয়মান হইতেছে না।
ামাদিগের গবর্ণমেণ্ট নিরবলম্বন ও নিঃ
হায় নহেন। ইংলণ্ডের প্রসাদে ইহাঁরা
ক্ষণমাত্রে ইউরোপ খণ্ড হইতে অসংখ্য
র্থ সংগ্রহ করিতে পারেন। গত বিদ্রো
ই ইহার সাক্ষ্য দান করিতেছে।



এতদিনের পর বুঝি বিধাতা হতভাগ্য
ন্সেফদিগের প্রতি প্রসন্ন হইলেন। এত
দিনের পর তাঁহাদিগের বেতনের বিষয়ে
বর্ণমেণ্টের দৃষ্টি নিপতিত হইয়াছে। বা
ালি সম্পাদক শুনিয়াছেন, তাঁহাদিগের
ই শ্রেণী হইবে। প্রথম শ্রেণীর ৩০০
 দ্বিতীয় শ্রেণীর ২০০ টাকা বেতন
ইবে। সদর আমিনের পদ উঠিয়া যাই
, মুন্সেফেরা সেই কর্ম করিবেন। প্রমা
রূপ পুরস্কার লাভ না হওয়াতে কেবল
 মুন্সেফেরা অনুৎসাহ ছিলেন এরূপ
য়, অল্প বেতন দেখিয়া লোকের ও তাঁ
হাদিগের প্রতি তাদৃশ গৌরব ছিল না।
বিশেষতঃ ইহা এতদিন গবর্ণমেণ্টের অবি
বেচনার একটী সাক্ষি স্বরূপ ছিল।

হিলির কি সহিষ্ণুতা গুণ!

বিধাতার সৃষ্টিকার্য্য অতিশয় দুর্ব্বোধ, কখন্
কোন্ কার্য্য কারণভাবে কি ঘটনা হয়, সমু
দায় সহজে বুঝিয়া উঠা যায় না। বুঝিবার
নিমিত্ত অনেক সময়ে অনেক প্রয়াস পা
ইতে হয়। আমাদিগের আদালতের
গতি ইহা অপেক্ষাও অধিকতর দুর্ব্বোধ
হইয়াছে। অসামান্য পরিশ্রম সহকারে
ইহার কার্য্যকারণভাবের বহুতর অনুসন্ধান
করিয়াও বহু সময়ে নিতান্ত বিফলচেষ্ট
হইতে হয়! সম্প্রতি যে হিলির মকদ্দমা
হইয়া গিয়াছে, তদ্দ্বারাই আমাদিগের বাক্য
সপ্রমাণ হইতেছে। বিধিসৃষ্টি এই, জলে
নামিয়া মাছ ধরিতে গেলেই গায়ে কাদা
লাগে, কিন্তু আমাদিগের ধর্ম্মাধিকরণ বিড়
ম্বনানাটকের নায়ক হিলি সমুদায় সরো
বর আলোড়ন করিয়া মৎস্য ধরিলেন,
কিন্তু গাত্রে অণুমাত্র পঙ্কস্পর্শ হইল না!
বিধি সৃষ্টি এই, দুষ্প্রবেশ কণ্টকবনে প্র
বেশ করিয়া ফল আহরণ করিতে গেলে
শরীর কণ্টক দ্বারা ক্ষত বিক্ষত হয়, কিন্তু
আমাদিগের দয়ার্দ্র চিত্ত হিলি দুর্গম কণ্ট
কবনে প্রবেশ করিলেন, সচ্ছন্দে ফল
আহরণ করিলেন, কিন্তু গায়ে একটী আঁ
চড়ও লাগিল না।

এস্থলে হিলির অসামান্য সহিষ্ণুতা গু
ণের উল্লেখ না করিলে আমাদিগকে পাত
কী হইতে হইবে! জুরিরা তাঁহাকে "নট
গিল্টি" করিয়াছেন, কিন্তু তিনি এমনি
সুজন যে গবর্ণমেণ্ট তাঁহাকে বিনাপরাধে
এতদিন যে কারাক্লেশ দিলেন, তন্নিমিত্ত
তিনি গবর্ণমেণ্টের নামে নালীশ করিলেন
না। তাঁহার যদি এরূপ অসামান্য সহিষ্ণুতা
গুণ না থাকিত, আমরা এত দিন লণ্ডসাহে
বের সময়ে গ্রাণ্টসাহেবের ন্যায় বীডন
সাহেবের নামে আদালতে অভিযোগ উপ
স্থিত দেখিতে পাইতাম! বীডন সাহেব
নীলকর দলের প্রিয় বলিয়া কখনই ক্ষম
পাইতেন না! অন্যায় দণ্ডকারির প্রতি
আবার প্রেম ও স্নেহ কি?

এই প্রসঙ্গে আমাদিগের দেশের
লোকের নিরীহতা ও সুস্থিরহৃদয়তার
প্রশংসা করিবার অবসরটি পরিত্যাগ ক
রাও বিধেয় হইতেছে না! হিলির মকদ্দ
মায় ইউরোপীয়েরা জুরি হইয়াছিলেন,
তাল তাঁহারা যেন এদেশের কৃষকদিগের সর
লতা ভীরুতা ও অনভিজ্ঞতা প্রভৃতি বিষয়
অবগত নহেন, সুতরাং সাক্ষির জবানবন্দী
দেখিয়া তাঁহারা মনে করিলেন (তাঁহার
হিলিকে অপরাধী জানিয়াও ছাড়িয়া দি
য়াছেন, একথা অবিমৃষ্যকারি লোকে
রাই বলে) কৃষকেরা মিথ্যা কহিতেছে
কাজে কাজেই তাঁহারা হত্যাভিযোগ হই
তে হিলিকে মুক্ত করিলেন। কিন্তু হিলি যে
দাঙ্গাস্থলে উপস্থিত ছিল, তাহার উৎসাহ
দানে যে হত্যাকাণ্ড, গৃহদাহ, ও স্ত্রীলো
কের সতীত্ব হরণাদি ঘটিয়াছিল, তদ্বিষয়ে
কাহারও সন্দেহ নাই। কাউই সাহেব
কৌশল ক্রমে অভিযোগ কালে সে অংশ
যে পরিহার করিলেন, আমাদিগের দেশে
র লোকেরা সে বিষয়ে মৌনাবলম্বী হইয়া
রহিলেন কেন? এক জন অন্যায় অত্যা
চার ও অরাজক কাণ্ড করিতেছে জানিতে
পারিয়াও, যদি অপর কেহ তাহার অর্থী
না হয় গবর্ণমেণ্ট কি অন্যায়কর্তাকে
বিনা দণ্ডে অব্যাহতি দিবেন? এ প্রশ্নটী
মীমাংসা করিয়া লওয়া কি আমাদিগের
দেশের লোকের কর্ত্তব্য নহে? এ প্রশ্নের
যাবৎ মীমাংসা না হইবে, তাবৎ এদেশের
লোকের ধন প্রাণাদি রক্ষার আশ্বাস
কি? সকল অত্যাচারে যে অর্থী পাওয়া
যায় না, হিলির মকদ্দমাই ত তাহার এক
টী উদাহরণস্থল। এতদ্ভিন্ন অর্থী না হইবা
র ধন লোভাদি অনেক কারণ আছে।

উপসংহার স্থলে আমরা এতৎসংক্রা[ন্ত] আর একটী বিষয় পাঠকগণের গোচর [ক]রিতেছি। বিশ্বস্ত লোক মুখে শুনিলাম, [...]লির বিষয় লেখাতে বাঙ্গালি সম্পাদকের [...] লাইবেল নালীশ করিবার ভয় প্রদর্শন করা হইয়াছে। সম্পাদক এখন [ক]ি করিবেন? আপনার বাক্য প্রমাণ [ক]রিবার চেষ্টা পাইবেন? না, আর কোন উপায় অবলম্বন করিবেন? দেখিবেন [য]েন দৌড়দেশ না হাসে।

সিবিল সর্বিসের পরীক্ষা ভারতবর্ষে না হওয়া অন্যায় হইতেছে।

ইংলণ্ডেশ্বরী একজন এতদ্দেশীয় [ব]্যবহারাজীবকে প্রধানতম বিচারালয়ের [প্র]াড়্বিবাক পদে প্রতিষ্ঠিত করিয়া ভা[র]তবর্ষীয়দিগকে এই কথা জানাইয়াছেন [য]ে, ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট যেরূপ পক্ষ[পা]ত দূষিত যুক্তিবিরুদ্ধ ব্যবহার করুন [না] কেন, তিনি নিজে সাক্ষাৎসম্বন্ধে যে [বি]ষয়ে হস্তার্পণ করিবেন তাহাতে পক্ষপা[ত]ের সম্বন্ধ থাকিবে না। এতন্মূলক একটী [গ]ুরুতর প্রশ্ন সমাধান নিতান্ত আবশ্যক [হই]য়া উঠিয়াছে। সে প্রশ্ন এই—

এতদ্দেশীয়েরা যখন দেশের সর্বোচ্চ বি[চ]ারালয়ের বিচারপতিপদ লাভের যোগ্য [হ]ইলেন তখন তাঁহারা কি জন্য মাজি[স্]ট্রেট কালেক্টর সেসিয়নজজ ও সেক্রে[ট]ারির কর্ম প্রাপ্ত না হন? তাঁহারা প্রধান[ত]ম বিচারালয়ের বিচারাসনে আসীন [হ]ইয়া জজ, মাজিষ্ট্রেট প্রভৃতির আজ্ঞার [বি]রুদ্ধে আপীল শ্রবণ, ও তন্ন তন্ন করিয়া [সে] বিষয়ে বিচার এবং যুক্তি ও আইন বি[রু]দ্ধ হইলে সেই আজ্ঞা রহিত করিতে [পা]রিবেন, কিন্তু তাঁহারা স্বয়ং মাজিষ্ট্রেট [ও] কালেক্টরদিগের পদ পাইতে পারিবেন [না], ইহা সামান্য বিস্ময়কর যুক্তিবিরুদ্ধ [ব্য]াপার নহে।

ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট বারম্বার বলিয়া আসিতেছেন উপযুক্ত হইলে তাঁহারা নিরপেক্ষ হইয়া জাতি ধর্ম ও বর্ণভেদ না করিয়া সকলকে তুল্যরূপে রাজপদে প্রতিষ্ঠিত করিবেন। ইংলণ্ডেশ্বরীর স্বয়ংও নিজ ঘোষণা মধ্যে শপথ পূর্বক এবিষয়ের অঙ্গীকার করা হইয়াছে। কিন্তু কার্য্যকালে এ প্রতিজ্ঞাত বাক্য প্রতিপালিত হইতেছে না, কারণ কি? ইংলণ্ডেশ্বরীর ও ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের কি আমাদিগের প্রতি স্নেহ নাই? তাঁহারা কি অন্তরের সহিত আমাদিগের উন্নতি সাধন চেষ্টা করেন না? এদেশে হৃদয় শূন্য এমন কোন্ ব্যক্তি আছেন যে এবিষয়ে সন্দেহ করিবেন। তবে যে আমরা মাজিষ্ট্রেট, কালেক্টর প্রভৃতির পদ পাইতেছি না, তাহার একটী বিশিষ্ট কারণ আছে। ইংলণ্ডে সিবিল সর্বিসের পরীক্ষা গ্রহণ রীতিই সেই কারণ। ঐ রীতি আমাদিগের অভীষ্ট লাভ পথের কণ্টকস্বরূপ হইয়াছে। উহা পরিবর্তিত হইয়া ভারতবর্ষে পরীক্ষা গ্রহণ প্রথা প্রবর্তিত হয়, এই প্রার্থনায় এদেশীয়েরা বারম্বার তারস্বরে চীৎকার করিয়া পরিশেষে শ্রান্ত হইয়া পড়িয়াছেন। কর্তৃপক্ষ অচলবৎ অবিচলিতচিত্ত রহিয়াছেন, এ বিষয়ের কোন সদুপায় করিলেন না। এদেশীয়েরা কি অসঙ্গত প্রার্থনা করিতেছেন? পরীক্ষা যে স্থানে হউক না কেন, যে ব্যক্তি আপনার ক্ষমতা প্রদর্শন করিয়া পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারিবেন, তিনিই পদস্থ হইবেন, এই নিয়মই ন্যায়ানুগত হইতেছে, নতুবা পরীক্ষা স্থান ভেদ করিয়া অকারণ এদেশীয়দিগের উন্নতি প্রতিবন্ধকতাচরণ বিধেয় হইতেছে না। কেহ কেহ বলেন, এদেশীয়েরা কূপমণ্ডূক স্বরূপ, স্বদেশ পরিত্যাগ করিয়া দেশান্তরে পদক্ষেপ করিতে হইলে ইহাঁদিগের প্রাণান্ত বোধ হয়, ইংলণ্ডে সিবিল সর্বিসের পরীক্ষার নিয়ম হওয়াতে ইহাঁদিগকে অগত্যা ভিন্নদেশে গমন ও তত্তদ্দেশ দর্শন করিতে হইবে। ইংলণ্ড ও ফ্রান্স প্রভৃতি দর্শন করা যে [...]শ্য কর্তব্য তাহা আমরা অস্বীকার করি [না,] তদ্ব্যতিরেকে এদেশীয়দিগের বহুজ্ঞ[তা] লাভ ও সাহসাদি গুণের বৃদ্ধি হওয়া স[ম্ভা]বিত নয়। কিন্তু এই কারণ প্রদর্শন করি[য়া] যে এদেশে পরীক্ষা গ্রহণ বন্ধ করা আ[মা]দিগের মতে কোন ক্রমেই যুক্তিসঙ্[গত] বলিয়া প্রতীয়মান হইতেছে না। এদেশী[য়]দিগের ইংলণ্ডাদি গমনের অনেক গুরু[তর] মহান্ প্রতিবন্ধক আছে, সিবিল সর্বি[সের] পরীক্ষা দানের লোভ তদতিক্রমে সম[র্থ] নহে। তাহা হইলে এতদিন অনেকে ইংলণ্ডে [যা]ইয়া পরীক্ষা দিয়া আসিতেন। সে প্রতি[]বন্ধক গুলি অন্য অন্য কারণ যোগে [...] ক্রমে অন্তরিত হইবে। যাহা হউক, [...]র অপূরুষেরা একান্তই নিতান্ত মধুর ও [...]ণীয় যুক্তির অনুসারী বোধ করিয়া আ[প]নাদিগের অবলম্বিত মত পরিত্যাগ না [ক]রেন, অগত্যা এই রূপ করুন।

সিবিল সর্বিস পরীক্ষার উপযো[গী] যে যে পুস্তক ও ভাষার পাঠ আবশ্যক এ[ই] দেশেই তদধ্যয়ন নিয়ম হউক। পরীক্ষ[...]রা পাঠ সাঙ্গ হইলে ইংলণ্ডে গিয়া পরী[ক্ষা] দিয়া আসিবেন। ভারতবর্ষীয় গবর্ণমে[ণ্]ট এতদর্থ একটি বিদ্যালয় প্রতিষ্ঠা কর[ু]ন। বিদ্যালয়ে সিবিল ও বারিষ্টর প[দ] লাভের উপযোগী বিষয় সকল অধী[ত] হইবে। এস্থলে পাঠকগণ জিজ্ঞাসা করি[তে] পারেন, এরূপ করিলে বিশিষ্ট ইষ্ট লাভের সম্ভাবনা কি? দুটী লাভ আছে [...] এক, যেসকল ব্যক্তির ইংলণ্ড গমনের অন[্য] কোন প্রতিবন্ধক নাই, কেবল একমা[ত্র] প্রতিবন্ধক এই যে তাঁহারা ইংলণ্ডে দী[র্ঘ] কাল বাস করিয়া আবশ্যক ব্যয় নির্বা[হ] পূর্বক অধ্যয়ন ক্রিয়া সম্পন্ন করিতে পা[রে]ন না, তাঁহাদিগের পক্ষে সুবিধা হইবে [...] দ্বিতীয়, ঐ বিদ্যালয়ে অধ্যয়ন করিয়া যাঁ[]হারা ইংলণ্ডে যাইতে ও অসমর্থ হইবে[ন] তাঁহাদিগের সুশিক্ষানিবন্ধন গুরুত[র]

কা্য নির্ব্বাহের চিন্তা জন্মিবে; তাঁহাদিগের দ্বারা অল্পব্যয়ে অনেক গবর্ণমেন্টের প্রধান প্রধান কার্য্য নির্ব্বাহিত হইতে পারিবে। এদেশে উচ্চশিক্ষিত বিদ্যালয় প্রতিষ্ঠা করিতে গেলে অধিকতর ব্যয় সংগ্রহ যেমন আবশ্যক তেমন পরিণামে সিবিল সংক্রান্ত ব্যয় সংক্ষেপের সম্ভাবনা। ঐ বিদ্যালয়ের কৃষিবিদ্যা ছাত্রেরা কার্য্যক্ষম হইলে অধিক বেতন দিয়া আর এদেশে সিবিল সর্ব্বেন্ট আনিতে হইবে না।

আমেরিকার যুদ্ধের যথার্থ কারণ কি ?

আমেরিকার বর্ত্তমান-গৃহ যুদ্ধের মূল কারণ কি ? ইহার নির্ণয় করিতে হইলে অগ্রে একটী প্রশ্নের মীমাংসা আবশ্যক। যাহার সহিত তত্রত্য জাতীয় সম্মান, বাণিজ্য শ্রীবৃদ্ধি এবং মানব মণ্ডলীর সুখ অনুস্যূত রহিয়াছে। তাহা এই—আমেরিকার ক্রীত দাসত্ব অব্যাহত থাকিবে কি না ? এক ব্যক্তি অপর ব্যক্তিকে অসম্মতিতে বল পূর্ব্বক কোন কার্য্য করাইয়া লইতে পারেন না, এই যুক্তির বলবত্তা সভ্যজাতিমাত্রেই স্বীকার করিয়া থাকেন। ইহাতে একে আর লজ্জায় পড়িয়া হউক, ইউরোপখণ্ডের যাবতীয় প্রদেশ ক্রীতদাস রাখিবার প্রথা ত্যাগ করিয়াছেন। কিন্তু বিস্ময়ের বিষয় এই, উল্লিখিত ঈশ্বরকৃত নিয়মানুসারিণী বিশুদ্ধ যুক্তি অগ্রে জাজ্বল্যমান থাকিতেও আমেরিকার দক্ষিণ বিভাগে কেবল যে এই জঘন্য প্রথা প্রবর্ত্তিত রহিয়াছে এমন নহে, তথায় এই প্রথাটী যাবতীয় সুখের মূল ও ঈশ্বরের নিয়মানুগত বলিয়া প্রতিপন্ন হইয়া থাকে। সত্য বটে অন্যান্য বার কোন কোন স্থানে ক্রীত দাস প্রথা দৃষ্টিগোচর হয়, কিন্তু তাহাদিগের অবস্থার সহিত কারোলিনার ক্রীতদাসদিগের অবস্থার তুলনা করিলে সমুদ্র ও গোষ্পদে যত প্রভেদ, তত প্রভেদ বোধ হয়। পারস্য, চীন ও তুরুষ্কদেশীয় প্রভুরা দাস দাসীদিগকে পরিজন বলিয়া গণনা ও জ্ঞান করেন, তাহাদিগের সন্তানাদি হইলে তাহারা অনেক স্থলে স্বাধীনতা প্রাপ্ত হয়, এবং প্রভুর ঔরসে কোন দাসীর গর্ভে সন্তান জন্মিলে সে সন্তান জারজ হইয়াও সম্পত্তির অধিকারী হইয়া থাকে। ঐ সকল স্থানে দাসদিগের কিছু কিছু স্বত্ব ও অধিকার আছে, প্রভুরাও তাহাদিগকে সহজে তাহা হইতে বঞ্চিত করেন না। কিন্তু আমেরিকার দাসদিগের তাহার কিছুই নাই। তাহাদিগকে গোমেষমহিষের তুল্য জ্ঞান করা হয়, অতি সামান্য দোষে তাহাদিগের প্রাণ দণ্ডও হইয়া থাকে। তত্রত্য দাস ঘটিত আইনের বিষয় কে না অবগত আছেন ? অধিকতর আশ্চর্য্যের বিষয় এই, তত্রত্য পাদরিদিগের অনেকেও এই জঘন্য প্রথাকে বাইবলের অনুমোদিত বলিয়া প্রতিপন্ন করিয়া থাকেন। আমেরিকার দক্ষিণদেশ কি সভ্যতম প্রদেশ মধ্যে পরিগণিত নহে ?

এক্ষণে এই প্রসঙ্গে আর একটী প্রশ্ন উপস্থিত হইতেছে। উত্তরাংশের সভাপতি লিঙ্কলন কি উদ্দেশে গৃহযুদ্ধে প্রবৃত্ত হইয়াছেন, আমেরিকার ক্রূর শ্রীবৃদ্ধি দর্শনে যাঁহারা কাতর, তাঁহারা লিঙ্কলনের নিকৃষ্ট প্রবৃত্তির চরিতার্থতাকেই যুদ্ধ প্রবৃত্তির কারণ বলিয়া নির্দ্দেশ করিয়া থাকেন; তাঁহারা বলেন লিঙ্কলন রাজ্য লোভে অন্ধ হইয়া এই অকার্য্য করিতেছেন। কিন্তু বাস্তবিক তাহা নহে। দাসত্ব প্রথা রহিত করিবার চেষ্টাই উহার মূল। উত্তর বিভাগের লোকেরা বরাবর দাসত্বের প্রতি ঘৃণা ও উহার প্রতি বদ্ধকষ্টা করিয়া আসিতেছেন। কিন্তু এত দিন মহাসভায় দক্ষিণ বিভাগের প্রতিনিধিগণের অধিক ক্ষমতা থাকাতে তাঁহারা এই জঘন্য প্রথার উন্মূলনে সমর্থ হন নাই। এক্ষণে লিঙ্কলন সভাপতি হওয়াতে তাঁহাদিগের প্রাধান্য হইয়াছে। দক্ষিণ খণ্ড তদর্শনে দাসত্বের বিঘ্ন সম্ভাবনা করিয়া বিদ্রোহে প্রবৃত্ত হইয়াছে।

অন্য এতৎ প্রস্তাবকরণের কারণ এই, আমরা শুনিয়া আহ্লাদিত হইলাম, সম্প্রতি মাঞ্চেষ্টরের প্রধান প্রধান লোকেরা শ্রমজীবিদিগের সহিত একত্র হইয়া এক সভা করিয়া সভাপতি লিঙ্কলনকে এক অভিনন্দন পত্র প্রদান করিয়াছেন। জন, ষ্টুয়ার্ট মিল সাহেব প্রভৃতি কয়েক জন হিতৈষী ব্যক্তির যত্নে এই সভা হয়। সভ্যেরা বিদ্রোহিদিগের কার্য্যের প্রতিবাদ ও লিঙ্কলনের সপক্ষতা করিয়াছেন। তাঁহারা স্পষ্টাক্ষরে ব্যক্ত করিয়াছেন, “দাসত্ব উঠাইবার চেষ্টাই বিদ্রোহের কারণ।” সভাপতি আমেরিকার যুক্তরাজ্যের অংশ একত্র করিবার জন্য যুদ্ধ করিতেছেন, রাজ্য লোভের জন্য নহে। দাসত্ব উঠাইয়া দেওয়া অতি কর্ত্তব্য, সভাপতি লিঙ্কলন এ চেষ্টা করিয়া পৃথিবীর ধন্যবাদের পাত্র হইয়াছেন। ইংলণ্ড বাসিদিগের অনেকে দাসাধিকারিদিগের প্রতি যে সমদুঃখদুঃখতা প্রদর্শন করেন তন্নিমিত্ত সভা আক্ষেপ করিয়াছেন। পরিশেষে সভ্যেরা, সভাপতি শীঘ্র বিদ্রোহিদিগকে পরাজয় করিতে সমর্থ হন, এইরূপ অভিলাষ প্রকাশ করিলেন। এস্থলে আর একটী বিষয়ের উল্লেখ করা কর্ত্তব্য, নিউইয়র্ক প্রভৃতি উত্তর বিভাগের নগর সমূহে লাঙ্কেশায়ারের দুর্ভিক্ষ বিপদাপন্ন ব্যক্তিদিগের সহায়তার জন্য বিস্তর টাকা সংগৃহীত হইয়াছে কিন্তু দক্ষিণ বিভাগে এক পয়সাও হয় নাই। সভা এ বিষয়টি কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিলেন।

আমেরিকার যুদ্ধ সম্পর্কে ইংলণ্ডে একটী আশ্চর্য্য ব্যবহার নয়ন গোচর হইতেছে বিদ্বান লোকেরা উত্তর বিভাগের শুভাকাঙ্ক্ষী, কিন্তু সংবাদ পত্র মাত্রেই বিদ্রোহিদিগের সহায়তা করেন। অপর ইংলণ্ডীয় সাধারণ লোকে দাসত্বের প্রতি ঘৃণা প্র

কাশ করিয়া থাকেন। এখন কি আর সভ্যা দকেরা মাঞ্চেষ্টরের লোকদিগের এই প্রশংসনীয় কার্য্য দর্শন করিয়া সৎপক্ষের সপক্ষতা করিবেন না? আমরা আর একটি বিষয়ে অধিকতর বিস্ময়াপন্ন হইয়াছি, এস্থলে তাহার উল্লেখ না করিয়া মৌনাবলম্বন বিধেয় হইতেছে না। আমেরিকায় গৃহযুদ্ধ উপস্থিত হওয়াতে যে স্থানের লোকেরা ক্লেশ সাগরে নিমগ্ন হইয়া ও লিঙ্কলনের সপক্ষতা প্রস্তাব করিয়া আপনাদিগের অননুকরণীয় ঔদার্য্য প্রদর্শন করিতেছেন, সেই স্থানের লোকেরাই আবার ভারতবর্ষে কণ্ট্রাক্টবিল বিধিবদ্ধ করিবার চেষ্টা পাইয়া কৃষকদিগকে নীলকর ও তুলকরের দাস করিয়া দিবার চেষ্টা পাইতেছেন! আমরা স্পষ্ট বুঝিতে পারিতেছি, এবিষয়ে তাঁহাদিগের দোষ নাই, ভারতবর্ষের সবিশেষ বৃত্তান্ত জানা না থাকাতেই তাঁহারা দুষ্টাশয় লোকদিগের কুহকে পড়িয়া ঐরূপ করিতেছেন।

পুলিস চৌকিদারদিগের অত্যাচার।

২৪ পরগণার অন্তঃপাতি রাজপুরের উত্তরাংশে "বসু পুকুর" নামে একটী প্রসিদ্ধ পুষ্করিণী আছে। তাহার দক্ষিণ তীরে এক পঞ্চানন ঠাকুরের স্থান আছে। শনি ও মঙ্গলবারে তথায় তাঁহার পূজার সমারোহ ও ছাগ বলি হইয়া থাকে। গ্রামের অল্পবয়স্ক যুবকেরাই প্রায় সেই বলীকৃত ছাগ বলপূর্ব্বক লইয়া গিয়া প্রীতি ভোজন করে। ছাগ ছিনিয়া লইবার সময়ে কখন কখন ঠেলাঠেলি, মুষ্টামুষ্টি ও দণ্ডাদণ্ডি হইয়া থাকে। গত পূর্ব্ব শনিবার পাঁটা লইয়া ঐ রূপ কাড়াকাড়ি হয়। কিন্তু এবারে একটী মহান্ কৌতুক বিস্ময় ও অত্যাচার কর ব্যাপার ঘটিয়াছে। পাঠকগণ দেখিয়া, শুনিয়া ও ভুক্তভোগী হইয়া জানিতে পারিয়াছেন সন্দেহ নাই, বাঙ্গলাদেশের অনেক স্থানে নূতন পুলিস চৌকিদার সৈন্য হইয়াছে। রাজপুর এ সৌভাগ্যে বঞ্চিত হন নাই। গত মঙ্গলবার সেই চৌকিদারমহারথিদিগের হউক, আর তাহাদিগের নিয়োজয়িতা মহারথির হউক, ছাগ মাংসে লোভ দৃষ্টি পতিত হয়। সুতরাং কয়েক জন চৌকিদার সুসজ্জ হইয়া পূজা স্থলে উপস্থিত হয়। পূজার শেষ না হইতে হইতে পাঁটা কাড়াকাড়ি আরম্ভ হইল। এক দিকে চৌকিদার দল আর দিকে গ্রামের কয়েক জন উদ্ধত স্বভাব যুবক। কিয়ৎক্ষণ পরেই হস্তাহস্তি আরম্ভ হইল। গ্রামের যুবকদিগের মনে মনে অহঙ্কার এই, আমরা বরাবর ছাগল ছিনিয়া লইয়া থাকি, আজি চৌকিদার লইয়া যাইবে ইহা ত হইতে পারে না। পক্ষান্তরে চৌকিদারেরা ভাবিল, আমরা একে পুলিসের লোক, গ্রামের হর্ত্তা কর্ত্তা বিধাতা, তাহাতে আবার নূতন ক্ষমতা পাইয়াছি, আমাদিগের হস্ত হইতে যদি অন্যে পাঁঠা ছিনিয়া লয়, আমাদিগের জীবনে ও পদে প্রয়োজন কি? এই রূপে উভয় দল মদমত্ত ও বদ্ধপরিকর হইয়া সমরে প্রবৃত্ত হইলেন। ঈদৃশ সময়ে যেরূপ ফল লাভ হয়, উভয় দলই পর্য্যাপ্ত পরিমাণে তাহা লাভ করিলেন। তবে চৌকিদারেরা দলে কিছু পাতলা ছিল, সুতরাং তাহাদিগের তৎকালে কিছু ফলাধিক্য হইল! কিন্তু পশ্চাৎ তাহারা সে ক্ষতি কতক অংশে পূরণ করিয়া লইয়াছিল। পশ্চাৎ তাহারা বিপক্ষ দলের যে দুই এক ব্যক্তিকে দল ভ্রষ্ট ও পৃথক দেখিতে পায়, তাহাদিগের উপরে আশা পূর্ণ করিয়া বৈর নির্যাতন করে।

এবিষয়ের ত এই পর্য্যন্ত গেল, পাঠকগণ অপর বৃত্তান্ত শ্রবণ করুন। চৌকিদারেরা এদিকে এই কাণ্ড করিয়া গিয়া বারুইপুরের ডেপুটি মাজিষ্ট্রেটের নিকটে অভিযোগ করিল। ডেপুটি সাহেব সরে

জমিনে তদারক করিয়া আসামীদিগ
গ্রেপ্তার করিবার পরওয়ানা দিলেন।
কিদারেরা এককালে সিংহপ্রতাপ হ
উঠিল। এই সময়ের অত্যাচার কা
কথা শুনিলে পাঠকগণ এককালে বিস
পন্ন হইবেন। চৌকিদারেরা কেবল
বৈরনির্যাতনার্থী হইয়া আসামীর অ
ণে প্রবৃত্ত হইল এরূপ নহে, তাহাদিগে
উপার্জ্জন স্পৃহাও বলবতী হইয়া উঠি
তোমরা আসামী লুকাইয়া রাখিয়াছ ব
ছল করিয়া ভদ্রলোকের অন্তঃপুর ম
প্রবেশ করিয়া নানা প্রকার উপদ্রব কর
স্ত্রীলোকেরা মাননাশের ভয়ে মহাব্য
হইলেন; অন্তঃপুর মধ্যে তুমুল গোল
গ উপস্থিত হইল; কেবল এই মাত্র
ঐ দুষ্টেরা অর্থসংগ্রহের চেষ্টায় নিরে
ব্যক্তিদিগকে ধরিয়া টানাটানি করি
লাগিল। আজিও পল্লীগ্রামের যেরূপ
বস্থা আছে, পল্লীগ্রামবাসিরাই তাহা অ
বুঝিতে পারেন। ঐ টানাটানিতে নির
ভীরু-স্বভাব গ্রাম্য লোকেরা মাভীত
য়া কিছু কিছু দিয়া পাপ বিদায় করি
লাগিলেন।

এক্ষণে আমাদিগের জিজ্ঞাস্য এ
চৌকিদারেরা শান্তি সংস্থাপনার্থ নি
জিত হইয়াছে, তাহারা পাঁটা কাড়াক
করিতে গিয়া শান্তি ভঙ্গে প্রবৃত্ত হ
কেন? যদি বল তাহারা দাঙ্গা করিতে
নাই, দাঙ্গা নিবারণ করিতে গিয়াছি
(আমরা ভাল লোকের মুখে শুনিয়া
বাস্তবিক তাহা নহে) তাহা হইলেও ত
দিগের দাঙ্গায় লিপ্ত হওয়া বিধেয়
নাই। যখন তাহারা দেখিল, দাঙ্গা নি
ণ করিতে পারিতেছে না, তখন তা
দের থানায় সম্বাদ দেওয়াই উচিত ছি
তাহারা তাহা করিল না কেন? তাহ
কোন্ আইন অনুসারে এই রূপ সকল
আসামীকে গ্রেপ্তার করিবার নিমিত্ত স
অন্তঃপুর মধ্যে গমন করিল? সহসা

লোকের বাসস্থানে প্রবেশ করা সকল জা তির নিষিদ্ধ, তাহারা সেই সাধারণ নিষে ধের উল্লঙ্ঘন করিয়া ভদ্রলোকদিগের অ পমাননা করিল কেন ? কোন্ আইনে পু লিতে তাহাদিগকে আসামী গ্রেপ্তার ল করিয়া অর্থ সংগ্রহ করিতে কহিয়া ছে ? আমরা এবারে ডেপুটি মাজিষ্ট্রেটের নিকটে এই প্রশ্ন গুলি করিয়া ক্ষান্ত হই লাম, আমরা পুনরায় এবিষয়ে হস্তক্ষেপ করিব।

নূতন গ্রন্থ।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করি- তেছি, সংস্কৃত কালেজের অধ্যক্ষ ই, বি, কাউএল সাহেব বেথুন সোসাইটির "ইতিহা সের প্রাধান্য সংস্থাপন ও ভারতবর্ষবাসী কদিগের তৎপাঠের আবশ্যকতা" বিষয়ক যে উপদেশ দেন, তাহা ক্ষুদ্র পুস্তকাকারে মু দ্রিত হইয়া সম্প্রতি প্রচারিত হইয়াছে, আ মরা উহার এক খণ্ড প্রাপ্ত হইয়াছি। কাউ এল সাহেব এক জন বিখ্যাত পণ্ডিত ও ইতি হাসজ্ঞ, যে বিষয়ের প্রসঙ্গ করা যাইতেছে তাহাতে গ্রন্থকারের অন্য গুণের পরিচয় দি বার অগ্রে ইতিহাস বিষয়ে পাণ্ডিত্যের পরি চয় প্রদানই সবিশেষ আবশ্যক। অনেকে ইতিহাস বিষয়ে দ্বিতীয় আয়নলণ্ড বলিয়া তাঁহার গুণ ব্যাখ্যা করিয়া থাকেন, এই সং- ক্ষেপ পরিচয় দ্বারাই পাঠকগণ পরিতৃপ্ত হই- বেন। অদ্য আমরা যে পুস্তকের প্রসঙ্গ করি তেছি, তাহা অবয়বে ক্ষুদ্র বটে কিন্তু গুণে ক্ষুদ্র নহে। পাঠকগণ ইহা পড়িতে পাইলে এক ঘণ্টাকাল পরম সুখে অতিবাহিত করিতে পারিবেন সন্দেহ নাই।

প্রস্তাবিত গ্রন্থকর্তা বলেন, গ্রীস দেশীয় হিরোডোটস ইতিহাসের জন্মদাতা। তাঁহার পূর্ব্বে লোকে কেবল কবিদিগের কল্পিত বর্ণ- নাতেই সন্তুষ্ট হইতেন। যথার্থ বৃত্তান্তের অনু সন্ধানে প্রবৃত্ত হইতেন না। ভূতপূর্ব্ব বংশী য়েরা কি করিয়াছেন, তাহাদিগের কিরূপ ধর্ম্ম, কাব্য ও শাসন প্রণালী কিরূপ ছিল, তাহাদিগের দৃষ্টান্ত দর্শন করিয়া কি রূপ নী- তি শিক্ষা করিতে হইবে, এবং কোন্ গর্হিত ব্যাপার হইতেই বা বিরত থাকিতে হইবে; হিরোডোটসের পূর্ব্বের লোকেরা এ সকল বিবেচনা করিতেন না। দেবতাদিগের প্রণয় ও কলহ প্রভৃতি অনৈসর্গিক বর্ণনাই কেবল তাহাদিগের সাতিশয় প্রীতিকর হইত। হিরোডোটস খৃষ্টের পূর্ব্ব ৪৮৪ অব্দে জন্ম গ্রহণ করেন। তাঁহার সময় অবধি যথার্থ ইতিহাস আরম্ভ হয়। তিনি ইতিহাস শব্দে অনুসন্ধান অর্থ বুঝিয়া লন। কাউএল সাহেব সেই অর্থেই অনুমোদন করিয়াছেন। বস্তুতঃ অতি দূর অতীত কালের ঘটনার যথার্থ বৃত্তান্ত জানিতে হইলে অক্লান্ত অধ্যবসায় ও অনিবার অনুসন্ধান আবশ্যক হয়। কিন্তু ইদানীন্তন কালে ইতিহাস শব্দের উদার ও গভীরতর অর্থ হইয়াছে। ডায়নিশিয়স ইহাকে দৃষ্টান্ত স্বরূপ দর্শন শাস্ত্র বলিয়া নির্দ্দেশ করিয়াছেন। মহাবীর নেপোলিয়ন সেণ্ট হেলেনার কারাগৃহে মৃত্যুর অব্যবহিত পূর্ব্বে সশোক অহঙ্কার পূর্ব্বক বারম্বার বলিয়াছিলেন, "ভবিষ্যদ্বংশীয়েরা আমার বিষয়ের যথার্থ বিচার করিবেন।" সম্রাট স্বসময়কালের লোকদিগকে অনাদর করিয়া ভবিষ্যৎ বংশীয়দিগকে আপনার আশাযষ্টি করেন। তিনি নিজে এক জন প্রগাঢ় ইতিহাস পাঠক ও ইতিহাসবেত্তা ছিলেন। তাঁহার মতে ইতিহাস ভবিষ্যদ্বংশীয়দিগের বিচার বলিয়া নির্দ্দিষ্ট হইতেছে। অনন্তর বংশ্যেরা কি উপায় অবলম্বন করিয়া সেই বিচার করিবেন, এক্ষণে এই প্রশ্ন উত্থিত হইতেছে। কাউএল সাহেব তন্নিমিত্ত স্বসময়কালের ইতিহাস, জীবনচরিত প্রভৃতি তন্ন তন্ন করিয়া পাঠ করিতে অনুরোধ করিয়াছেন। অল্প বুদ্ধি পাঠকেরা কেবল ঘটনার বর্ণনা পূর্ণ ইতিহাস পাঠ করিতেই সমধিক ব্যগ্র হন পক্ষান্তরে বুদ্ধিমানেরা সময়ে সময়ে সামান্য বর্ণনা পাঠে বিরক্ত হন। কিন্তু এটি উভয়েরই ভ্রম। কাউএল সাহেব গিবনের দৃষ্টান্ত প্রদর্শন করিয়া বলিয়াছেন, মধ্যকালে (মিডল এজে) গ্রেগরি নামক এক জন উদাসীন যে এক ইতিহাস লেখেন, তাহা ইংলণ্ডীয় প্রধান ইতিহাসবেত্তা নীরস বলিয়া নির্দ্দেশ করেন, অথচ ফ্রান্সের বিখ্যাত ইতিহাসবেত্তা মসুর গুজো তাহা হইতে অনেকবিধ নূতন আবিষ্ক্রিয়া করিয়াছেন। বিশপ থরলওয়াল ও গ্রোট সাহেবের কৃত গ্রীসের ইতিহাস গাঢ়তর অনুসন্ধান ক্রিয়ার একটি উৎকৃষ্ট দৃষ্টান্ত। তাহার পূর্ব্বে লোকের এই সংস্কার ছিল, উক্ত দেশের ইতিহাস লুপ্ত প্রায় হইয়া গিয়াছে; তথায় আর কিছু নূতন আবিষ্ক্রিয়া করিবার নাই। কিন্তু গাঢ় বুদ্ধি ব্যয় ও প্রগাঢ়তর অনুসন্ধান দ্বারা যাহা করিতে পারেন, থরলাওয়াল ও গ্রোটের গ্রন্থই তাহা সপ্রমাণ করিয়া দিতেছে।

হিরোডোটস ইতিহাস লিখিয়া পথ প্রদর্শন করিয়া গেলে পর ইউরোপে ক্রমান্বয়ে অনেকসংখ্য ইতিহাসবেত্তা আবির্ভূত হন। গ্রীসের জেনোফন, থিউসিডাইডিস, পলিবিয়স এবং রোমের সালষ্ট, লিবি টাসিটস প্রভৃতি ব্যক্তিরা ইতিহাস প্রণয়ন করেন। রোমরাজ্য অসভ্যদিগের দ্বারা ছিন্ন ভিন্ন হইলেও ইতিহাসের গৌরব তিরোহিত হয় নাই। তৎকালে বিদ্যার প্রভা বিলুপ্ত প্রায় হইয়াছিল বটে, কিন্তু অনেক উদাসীন ও পাদরি প্রভৃতি নিজ নিজ কালের যথাযথ বৃত্তান্ত লিখিয়া রাখিতে উদাসীন ছিলেন না। কাউণ্ট মণ্টালাম্বার্ট আপনকৃত "প্রতীচ্য (খৃষ্টীয়) প্রব্রাজকদিগের ইতিহাস" গ্রন্থ মধ্যে লিখিয়াছেন বর্ত্তমান সভ্যতা বিজন ধর্ম্মমন্দিরে জন্ম গ্রহণ করেন। প্রব্রাজকেরা পূর্ব্বতন ইতিহাস ও কাব্য প্রভৃতি যত্ন করিয়া না রাখিলে এবং তৎকালের ইতিহাস না লিখিলে ইদানীন্তন কালের পণ্ডিতেরা পূর্ব্বকালের ঘটনার প্রমাণ পাইতেন না। যত সময় অতীত হইতে লাগিল, ততই ইতিহাসের গৌরব বৃদ্ধি হইতে লাগিল। এই উপায় দ্বারা ভবিষ্যদ্বংশীয়েরা আমাদিগের কার্য্য দর্শন করিয়া আত্ম মত প্রকাশ করিবেন।

ইউরোপে যত ঘটনা ঘটিয়াছে তন্মধ্যে ফরাসী বিপ্লবের যত ইতিহাস ও জীবনচরিত প্রভৃতি পাওয়া যায় অন্য কোন সময়ের এত পাওয়া যায় না। ঐসময়ে সমুদায় পৃথিবী যেন উৎসাহ পূর্ণ নূতন জীবন প্রাপ্ত হইয়াছিল। ফরাসী জাতি সাধারণ কর্ত্তৃক রাজার মস্তক ছেদন, ইউরোপের রক্তস্রোত, নেপোলিয়নের সমররূপ রঙ্গভূমিতে আগমন, তাঁহার অদ্ভুতপূর্ব্ব দৃষ্টান্ত রহিত বিগ্রহ, জয়, ব্যবস্থা প্রণয়ন প্রভৃতি গুরুতর কার্য্য অতি অল্প কা-

র মধ্যে হইয়াগিয়াছে। এই সময়ে অনে বহস্তে আপন আপন জীবনচরিত লিখিয় য়াছেন। নেপোলিয়নের বিপত্তি ঘটনাব যে ত্রিংশৎ বৎসর অতিবাহিত হয়, লা ইতিহাস ও জীবনচরিতের কাল বলি অত্যুক্তি হয় না।

এই রূপ ইউরোপে ক্রমশঃ ইতিহাসের দ্ধি হয়। কিন্তু যখন আমরা ভারতবর্ষের ক দৃষ্টিপাত করি, তৎকালে সমুদায় অন্ধ বময় দৃষ্টিগোচর হয়। কাউএল সাহেব এ নে অতিশয় আক্ষেপ করিয়াছেন। সত্য সকল দেশের প্রথমকার ইতিহাস গল্প রিপূর্ণ, কিন্তু অন্য দেশে ক্রমে যথার্থ ই হাসের প্রাদুর্ভাব হইয়াছে। কিন্তু ভারত তাহার বিপরীত ঘটনা হইয়াছে। কবি প্রথমে যে উপাখ্যান রচনা করেন, তা ও তাহা অপরিবর্ত্তিত রহিয়াছে। পুরাণ প্র তি অদ্ভুত কাল্পনিক ও অলৌকিক গল্প ই পূর্ণ। তাহা হইতে যথার্থ ইতিহা নের বিষ্কিয়ার সম্ভাবনা অতি অল্প। কাউএল হেব এস্থলে হতাশ হইয়াছেন। তাঁহার হ শ হওয়া অসঙ্গত নয় বটে কিন্তু আমরা বলে ভগ্নোৎসাহ হইতেছি না। ভারত দের সর্ব্ব স্থানে ভ্রমণ করিয়া গাঢ় অনুসন্ধান বিলে অনেক নূতন বিষয়ের আবিষ্ক্রিয়ার ম্ভাবনা আছে। মুসলমানেরা এদেশে সিবার পর যথার্থ ইতিহাস আরম্ভ হয়। দের ফেরেস্তা, আবুল ফজল প্রভৃতি গ্রন্থ প্রণয়ন করেন। তাঁহাদিগের গ্রন্থ ঠ করিলে অনেক বাস্তবিক বৃত্তান্ত জা তে পারা যায়। কাউএল সাহেব প্রস্তাব করি ছেন এই সকল ইতিহাস মুদ্রিত করিয়া ও উরোপ হইতে যাবতীয় ইতিহাস আনয়ন ক য়া এদেশে একটী পুস্তকালয় করা কর্ত্তব্য। প্রস্তাবটী উৎকৃষ্ট সন্দেহ নাই। আসিয়াটিক সাইটী মুসলমান ইতিহাস সকল অনুবাদ রিতে আরম্ভ করিয়াছেন। কিন্তু সম্পূর্ণ রা এতদ্দেশীয় ধনী লোক ও গবর্ণমেণ্টের র উপর নির্ভর করিতেছে।

আমরা কাউএল সাহেবের বাক্যে সম্পূ অনুমোদন করিয়া এদেশীয় সুশিক্ষিত কে বিশেষরূপে অনুরোধ করিতেছি যে তাঁহারা ইতিহাস পাঠ ও তাহার রচনা বিষয়ে বিশেষ মনোযোগ করিয়া আমাদিগের দেশের একটী অভাব দূর করেন। এদেশের এক জন গ্রন্থকার এই বলিয়া আক্ষেপ করিয়াছেন যে "অস্মদ্দেশীয় প্রধান পণ্ডিতেরা সকল শাস্ত্রের আলোচনা করিয়াছিলেন কিন্তু ইতিবৃত্তের প্রতি দৃষ্টিপাত করেন নাই। সংস্কৃত ভাষায় এই একটি মাত্র বিষয়ের অভাব আছে। এক্ষণে সেই কর্ম্ম আমাদিগের উপরে পড়িয়াছে।" বাঙ্গালাভাষায় অনেক ইতিহাস হইয়াছে বটে, কিন্তু তাহার অধিকাংশ ইংরাজীর অনুবাদ মাত্র। মূল গ্রন্থের রচনায় প্রবৃত্তি না জন্মিলে ইতিহাসের উন্নতি হওয়া সম্ভাবিত নয়।

প্রাপ্ত।

বর্দ্ধমান কৃষ্ণনগর ও যশোহর গুরু ট্রেণিং স্কুল।

সোমপ্রকাশ পাঠক বর্গ অবগত আছেন যে আমাদের ভূতপূর্ব্ব লেপ্টেনেণ্ট গবর্ণর বাহাদুর দেশীয়ভাষার উন্নতির নিমিত্ত ইং ১৮৬২ ও ৬৩ সালে ৩০ হাজার টাকা প্রদান করিয়া যান। সেই টাকা কিরূপে ব্যয়িত হইয়া সাধারণের বিদ্যা শিক্ষা হইবে এই চিন্তায় ডাইরেক্টর, ইন্‌স্পেক্টর প্রভৃতি মহোদয়েরা বহুদিবস চিন্তাকুল ছিলেন। ক্রমে ক্রমে উহার ২।১ক প্রণালী উদ্ভাবিত ও হইয়াছিল কিন্তু কার্য্যকালে তাহা ফলোপধায়িনী হইল না দেখিয়া এক্ষণে পরিত্যক্ত হইয়াছে।

গত জুন মাসে শ্রীযুক্ত উড্রো সাহেব বিলাত গমন করিলে বাঙ্গালার দক্ষিণ পশ্চিম বিভাগের নূতন ইন্‌স্পেক্টর শ্রীযুক্ত জে জি মেড্‌লিকট সাহেব প্রতিনিধি রূপে উড্রো সাহেবের কার্য্য ভারগ্রহণ করেন এবং শ্রীযুত বাবু ভূদেব মুখোপাধ্যায় মহাশয় তাঁহার সেই কার্য্যের সহকারিতায় নিযুক্ত হয়েন। উক্ত দুই মহোদয় প্রথমাবধিই পূর্ব্বোল্লিখিত ৩০ হাজার টাকা কি প্রকারে যথোপযুক্ত রূপে বিনিয়োজিত হইবে তচ্চিন্তায় নিমগ্ন হইলেন। ভূদেব বাবু প্রায় ১০ বৎসর কাল শিক্ষা সংক্রান্ত কার্য্যে নিযুক্ত আছেন, বিশেষতঃ তিনি প্রায় ৭ বৎসর কাল হুগলী নর্ম্মাল বিদ্যালয়ে থাকিয়া বাঙ্গালা ভাষার প্রতি দেশীয় লোকদিগের কিরূপ অনুরা কিরূপ বাঙ্গালা শিক্ষা দেশীয়লোকেরা প্রা না করে, এক্ষণে কিরূপ শিক্ষা দেওয়া তাহ দিগকে আবশ্যক এবং দেশের অবস্থা ও লোকের অনুরাগ অনুসারে কিরূপ প্রণা অবলম্বন করিলেই বা তাহা সংসাধিত হইতে পারে, তদ্বিষয় অনেক অবগত হইয়াছেন তিনি বিদ্বান বুদ্ধিমান চতুর ও আমাদে দেশীয় লোক। দেশীয় লোক ব্যতিরেকে ই উরোপীয়েরা কখনও এ দেশের সম্যক অ স্থা অবগত হইয়া প্রকৃতরূপে কার্য্য নির্ব্ব করিতে পারেন না। মেড্‌লিকট সাহেব ইন্ স্পেকটর পদ প্রাপ্তির সময়ে কিছুমাত্র বাঙ্গ জানিতেন না এবং শিক্ষা সংক্রান্ত কার্য্যে সম্পূর্ণ অনভিজ্ঞ ছিলেন, এজন্য তাঁহার নি য়োগের সময়ে অনেকের সন্তোষ জন্মে নাই কিন্তু উক্ত মহোদয় কার্য্যক্ষেত্রে যেরূপ দক্ষত প্রবীণতা ও বুদ্ধিমত্তা প্রদর্শন করিতেছে তাহাতে লোকের সে অসন্তোষ বোধ হ অনেক অংশে অপগত হইয়াছে। ইন্‌স্পেক্ট রদিগের নানারূপ লোকের সহিত আলা পরিচয় করিতে হয় এবং নানারূপে লো দিগকে অভিমতবিষয়ে প্রবর্ত্তিত করাইতে হয়, সুতরাং তাঁহাদিগের আপরাপর গুণ তার সহিত সৌজন্যতা নিতান্ত আ শ্যক। মেড্‌লিকট সাহেবের এই গুণ সর্ব্বা পেক্ষা প্রশংসনীয়। যিনি একবার তাঁহা সহিত আলাপ করিয়াছেন তাঁহারই তাঁহা উদারাশয় মহান ও ইনস্পেকটরের উপযু লোক বলিয়া, বোধ হয়, সংস্কার জন্মিয়াছে যাহা হউক, উক্ত সাহেব মহোদয় ও ভূদে বাবু একত্রিত হইয়া পূর্ব্বোক্ত ৩০ হাজার টা ব্যয়ের যে প্রণালী উদ্ভাবন করেন এবং গব মেণ্টের অনুমোদিত হইয়া কিয়দ্দিন হইতে যাহার কার্য্য আরম্ভ হইয়াছে তাহা নিম্নে লি খিত হইতেছে।

বর্দ্ধমান, কৃষ্ণনগর ও যশোহর এই তি স্থানে এক একটী ট্রেণিং বিদ্যালয় স্থাপি হইয়াছে। ২০ টাকা পাথেয় ব্যয় সমেত মা ক ১০০ টাকা বেতনে তিন জিলার জন্য তি জন সব ডেপুটি ইনস্পেকটর নিযুক্ত হইয়াছেন তাঁহারা স্ব স্ব জিলার মধ্যে গ্রামে গ্রামে প

মণ করতঃ ট্রেনিংস্কুলের ছাত্র সংগ্রহ করিয়া
হতেছেন। ছাত্রগ্রহণের নিয়ম এই যে, গ্রা
মস্থ ভদ্রলোকেরা * মের পাঠশালার গুরু
হাশয়কে অথবা যদি তিনি শিক্ষাগ্রহণের অ
পযুক্ত বয়স্ক হয়েন তবে তাঁহার পুত্র, ভ্রাতা-
। তদ্ভিন্ন কোন সম্পর্কযুক্ত লোক অথবা যে কোন
ব্যক্তিকে মনোনীত করিয়া ট্রেনিং স্কুলে
প্রেরণ করিবেন। কিন্তু তাহাদিগকে এরূপ এক
অঙ্গীকার পত্রে স্বাক্ষর করিতে হইবে যে তাঁ-
হারা যে ব্যক্তিকে মনোনীত করিয়া ট্রেনিং
স্কুলে প্রেরণ করিবেন তিনি তথায় অধ্যয়ন
করিয়া প্রশংসাপত্র সহকারে প্রত্যাগমন ক-
রিলে তাঁহারা তাহাকে পাঠশালার শিক্ষা
কার্য্যে নিযুক্ত করিয়া তাঁহার দ্বারা পাঠশা-
লার শিক্ষোপযোগী বিষয় সমস্ত সন্তান সন্ত-
তির শিক্ষা নির্ব্বাহ করাইবেন, কোন মতে
তাহার অন্যথাচরণ করিবেন না। যদি করেন
তবে ঐ ব্যক্তিকে ট্রেনিং স্কুলে শিক্ষা প্রদান
করিবার নিমিত্ত সরকার বাহাদুরের যত টাকা
ব্যয় হইবে তাহা প্রত্যর্পণ করিতে কোন মতে
আপত্তি করিবেন না।

জিলার সব ডেপুটি ইনস্পেকটর ও ঐ অ
ঙ্গীকার পত্রে এক জন সাক্ষী থাকিবেন, তাঁ
র স্বাক্ষর সমেত ঐ পত্র লইয়া ছাত্রেরা আ
সিলে ট্রেনিংয়ের প্রধান শিক্ষক তাঁহাদিগকে
ঐরূপ এক অঙ্গীকার পত্রে স্বাক্ষর করাইয়া
লইবেন যে তিনি যে গ্রাম হইতে মনোনীত
হইয়া আসিয়াছেন এখানে অধ্যয়ন করিয়া
সার্টিফিকেট গ্রহণ করত সেই গ্রামের পাঠশা-
লায় থাকিয়া শিক্ষকতা কার্য্য গ্রহণ করিবেন এ
বং গবর্ণমেণ্ট যত দিন বৃত্তি বা পুরস্কার স্বরূপ
মাসিক পাঁচ টাকা তাঁহাকে প্রদান করিবেন
ত দিন তিনি উক্ত কার্য্য সুচারুরূপে নির্ব্বা
হ করিতে থাকিবেন।

প্রথমে অনেকের শঙ্কা হইয়াছিল এরূপ
অঙ্গীকার পত্রে গ্রামস্থ লোকেরা ও ভাবী
গুরুমহাশয়েরা কখনই স্বাক্ষর করিবেন না,
কিন্তু সে শঙ্কা অনেকাংশে অপগত হইয়াছে।
এক্ষণে গ্রামস্থ লোকেরা গবর্ণমেণ্টের এই মাঙ্গ
লিক কার্য্যের মর্ম্মগ্রহ করিতেছেন। তাঁহারা
বুঝিতেছেন গবর্ণমেণ্ট কেবল অনুগ্রহ করিয়া
তাঁহাদের সন্তানগণের শিক্ষার উৎকর্ষসাধনে-
র জন্য গ্রামে গ্রামে এক একটি পাঠশালা
করিয়া দিতেছেন। এজন্য তাঁহাদিগকে নূতন
রূপ কোন ব্যয় দিতে হইবে না। পূর্ব্ব গুরু ম
হাশয়দিগকে তাঁহারা যেরূপ বেতন দিয়া আ-
সিতেছিলেন এক্ষণকার শিক্ষিত নূতন গুরু-
মহাশয়কেও সেইরূপ বেতন দিলেই চলি
বে, কেবল তাঁহার পাঠশালার ছাত্র সংখ্যায়
যাহাতে বৃদ্ধি হয় তদ্বিষয়ে কিঞ্চিৎ চেষ্টা করি
বেন এই মাত্র। এরূপ অঙ্গীকার করণে তাঁহা-
দের শঙ্কার বিষয় কি?

ভাবী গুরু মহাশয়েরা অঙ্গীকার পত্রে
স্বাক্ষর করিতে বাস্তবিকই অনেকে ভীত
হইয়াছিলেন কিন্তু বিশেষ বিবেচনা করিয়া
দেখিলে তাঁহাদের ভয়ের বিষয় কিছুই দেখা
যায় না। কারণ তাঁহারা যাবজ্জীবন আবদ্ধ
হইলাম ভাবিয়া ভীত হইতেছেন। কিন্তু গবর্ণ
মেণ্ট কি যাবজ্জীবন তাঁহাদিগকে ৫টাকা করিয়া
দিবেন এরূপ অঙ্গীকার করিতেছেন? কিন্তু যদি
তাহা না হইল তবে আর শঙ্কা কি? গবর্ণমেণ্ট
তাঁহাদিগকে ৫ টাকা দেওয়া যদি রহিত করে
ন এবং তাহাদের অন্য কোন কার্য্যের সুবিধা
হয় তৎকালে অনায়াসে তাঁহারা উহা ত্যাগ
করিতে পারিবেন। তদ্ভিন্ন গবর্ণমেণ্ট কতদিন
ঐ টাকা দিবেন তাহার স্থিরতা নাই কিন্তু গুরু
মহাশয়েরা দেখিবেন যে গবর্ণমেণ্ট বরাবর তা
হাদিগকে ৫ টাকা করিয়া দেন পরে ইহা তা
হাদিগের প্রার্থনীয় হইয়া উঠিবে। কারণ ত
খন তাঁহারা দেখিবেন যে তাঁহারা যে কার্য্যে
নিযুক্ত আছেন তাহার আয় নিতান্ত কম হই-
বে না। গবর্ণমেণ্ট হইতে নিয়মিতরূপ ৫ টা
কা পাওয়া যাইবে, ছাত্রদত্ত বেতনও স্থান বি-
শেষে ৫-৭-৮ ও ১০ দশ পর্য্যন্ত হইতে পারি-
বে। বিনা বাসা খরচ বাটীতে পরিবারের ম
ধ্যগত থাকিয়া তাঁহারা এ কার্য্য সমাধা করি
বেন। তদ্ভিন্ন কৃষি তেজারতি প্রভৃতি আর
যাহা কিছু তাহাদের ব্যবসায় থাকে তাহাও
অবিরোধে চালাইতে পারিবেন। প্রায় এই
রূপ নিয়মে, বঙ্গ যে সকল লোককে শুদ্ধ ১৫
টাকা বেতনের উপর নির্ভর করিয়া পরিবার্
দি ত্যাগ করিয়া দেশ দেশান্তরে গমন করি-
তে হয়, গুরুমহাশয়েরা বিবেচনা করুন তাহা-
দিগের কার্য্য উল্লিখিত লোক সকলের কার্য্য
অপেক্ষা কতগুণে সুখকর।

যাহা হউক শ্রীযুক্ত মেকানিকী সাহেব ও
ভূদেব বাবু উভয়ে মিলিত হইয়া এই প্রণালী
প্রবর্ত্তিত করিয়াছেন ইহা পূর্ব্বে উল্লিখিত হই-
য়াছে কিন্তু তাহা হইলে ও ভূদেব বাবু দেশীয়
লোক সুতরাং ইহার অধিকাংশই যে তাঁহার
বুদ্ধিবিজৃম্ভিত ইহা অনায়াসেই অনুমেয়
হইতেছে। যে কোনরূপ নূতন প্রণালী প্রথম
প্রবর্ত্তিত করা যায় প্রবর্ত্তয়িতাকে স-
যত্নবান হইয়া পুঙ্খানুপুঙ্খ রূপে তাহার অনুশীল-
ন করিতে হয়, এরূপ হইলে সেই প্রণালীর য
ে অংশ সদোষ বা অসম্পূর্ণ থাকে, ক্রমে তা-
হা দোষ শূন্য ও সম্পূর্ণ হইয়া উঠে। ভূদেব
বাবু পূর্ব্বোক্ত নূতন প্রণালীর প্রবর্ত্তক অত-
এব গবর্ণমেণ্ট তাঁহাকে নূতন ইনস্পেক্টরী প-
দে নিযুক্ত করিয়া তাঁহার প্রতি ঐ কার্য্যের ত
ত্ত্বাবধানের ভার প্রদান করিবার যে আদেশ
করিয়াছেন, তাহা তাঁহাদের প্রকৃত বিবেচনার
কার্য্যই হইয়াছে এবং এতদ্দেশীয় লোকেরা অ
স্মদাদিগের মধ্যে এক জন কৃতবিদ্য ব্যক্তি-
কে ইনস্পেক্টরীপদে আরোহিত দেখিয়া
অবশ্যই আনন্দিত হইবেন সন্দেহ নাই। কিন্তু
শুনিতেছি ভূদেব বাবুর ঐ নূতন পদের নাম
"স্পেশিয়ল ইনস্পেক্টর" হইবে। ঐ নামটি
এক কালে আমাদের সাতিশয় প্রিয় ছিল কিন্তু
এক্ষণে উহা আমাদিগের পক্ষে সিন্দুরে
মেঘের ন্যায় হইয়াছে। অতএব গবর্ণমেণ্ট
উহার নামান্তর প্রদান করিলে অধিক সুখের
বিষয় হইত ইতি।

—•—

সবিনয় নিবেদন —

মহাশয়! এস্থানে (মেহেরপুরে) আপ-
নার কোন সংবাদদাতা নাই দেখিয়া অত্রত্য
সংবাদ লিখিতে আমার অভিলাষ হইয়াছে।
কিন্তু উহা কতদূর সফল হইবে বলিতে পারি
না। তাহা আপনার ও ভবদীয় পাঠকগণের
বিবেচ্য রহিল।

। এই স্থান নদীয়া জেলার অন্তর্ব্বর্ত্তী
কৃষ্ণনগর হইতে প্রায় ১৪ ক্রোশ (২৮ মাইল)
উত্তরে অবস্থিত। ইহার পশ্চিম পার্শ্বে ভৈরব
ব নামক এক ক্ষুদ্র শাখানদী প্রবাহিত। উক্ত
ভৈরবের জল নিতান্ত নিকৃষ্ট নহে। কিন্তু এই
গ্রামের সমুদায় লোক তাহার জল ব্যবহার

করিতে পারেন না। কারণ ইহার পূর্ব্ব পার্শ্ব হইতে উহা প্রায় অর্দ্ধ ক্রোশ অন্তরে অবস্থিত। পূর্ব্ব পল্লীতে একটী বৃহৎ পুষ্করিণী আছে, তাহার জল দ্বারাই উক্ত পল্লীর প্রায় সমুদায় কার্য্য নির্ব্বাহ হইয়া থাকে। ইহা স্বাস্থ্যের পক্ষে তাদৃশ উৎকৃষ্ট বলিয়া বোধ হয় না। এই স্থানে অনেক গুলি ব্রাহ্মণ ও বৈদ্যবংশীয় জমিদার বসতি করেন।

২। এখানে একটী ইংরেজী বাঙ্গালা বিদ্যালয়, একটী পোষ্ট আফিস, ও একটী থানা অনেক দিন অবধি অবস্থিত আছে। সম্প্রতি কিছু দিন পূর্ব্বে দুইটী মুন্সেফের কাছারি, একটী ডিপুটি মেজিষ্ট্রেটের ধর্ম্মাসন, তিনটী ডিপুটী কালেক্টরের বিচারালয়, এবং একটী ছোটআদালত নূতন সংস্থাপিত হইয়াছে। শুনিতে পাই যে, স্কুলটী পূর্ব্বে অত্যন্ত উৎকৃষ্ট ছিল। কিন্তু সম্প্রতি আর ইহার তাদৃশ উৎকর্ষ দৃষ্ট হয় না। পরন্তু এক্ষণে সেরূপ সমৃদ্ধি নাই যথার্থ বটে; কিন্তু বিদ্যালয়টীকে নিতান্ত নিকৃষ্টও বলা যায় না। বর্ত্তমান সময়ে বালক সংখ্যা ৮০। ৯০টী হইবে।

৩। প্রায় ৭। ৮ বৎসর হইল এখানে একটী ডাকঘর ছিল। তখন এই স্থানে পূর্ব্বোক্ত বিচারালয় সকলের একটীও সংস্থাপিত হয় নাই। মধ্যে গবর্ণমেণ্টের ক্ষতি বোধ হওয়াতে উহা এবালিশ হইয়া যায়। পরে অত্রত্য জমিদারগণ সকলে ঐকমত্যাবলম্বন পূর্ব্বক গবর্ণমেণ্টের নিকট আবেদন করেন যে, পুনর্ব্বার এখানে একটী পোষ্ট আফিস সংস্থাপিত হয়, এবং যদি উহাতে গবর্ণমেণ্টের ক্ষতি হয়, তবে আমরা ক্ষতিপূরণ করিয়া দিব। তদনুসারে ডাকঘর পুনর্ব্বার প্রতিষ্ঠিত হইয়াছে এবং তদবধি উহা চলিতেছে। এক্ষণে মেহেরপুরে অনেক গুলি বিচারালয় হওয়াতে উহার কার্য্যও পূর্ব্বাপেক্ষা বৃদ্ধি পাইয়াছে। সুতরাং গবর্ণমেণ্টের ক্ষতি হইবার অথবা উঠিয়া যাইবার আর সম্ভাবনা নাই। পোষ্ট মাষ্টার (ডাকমুন্সি) বাবুটীও অতি ভদ্রলোক। বিচারালয় সকলের বিবরণ পত্রে লিখিত হইবে।

৪। সম্প্রতি কিছু দিন পর্য্যন্ত এখানে অত্যন্ত ব্যাঘ্রের ভয় হইয়াছে। ৪। ৫ দিনের মধ্যে একটা ছাগল, একটী গোবৎস, ও একটী মেষ, ব্যাঘ্রে লইয়া গিয়াছে। মধ্যে দন্তাঘাতে ও নখরাঘাতে এক ব্যক্তির সর্ব্বাঙ্গ ক্ষত বিক্ষত করিয়া দিয়াছে। ঐ ব্যক্তির একটী ছাগল ব্যাঘ্রে লইয়া গিয়াছিল। সে তাহার ছাগলের উদ্ধারার্থে যাওয়াতে ঐরূপ দুর্দ্দশা সংঘটিত হইয়াছে। যদি নিকটে লোক না থাকিত, তবে নিশ্চয়ই উহাকে ব্যাঘ্রের গ্রাসে পতিত হইতে হইত. নিকবর্ত্তী লোকেরা তাড়াতাড়ি করাতে ব্যাঘ্র তাহাকে পরিত্যাগ করিয়া পলায়ন করিল। আবার অল্প চারি দিন হইল, ৩ জন কৃষক রাত্রিতে মাঠে তাহাদিগের শস্য ক্ষেত্রের রক্ষণাবেক্ষণ করিতেছিল। এমত সময়ে এক বাঘ আসিয়া তাহাদিগকে আক্রমণের উপক্রম করিলে দুই জন একবারে ভয়ে জড়ীভূত হইয়াছিল, একব্যক্তি মাত্র অগ্নি জ্বালিয়া অত্যন্ত চীৎকার করিতে লাগিল। উহাদিগের আর্ত্তনাদ শুনিয়া নিকটবর্ত্তী লোকেরা সমাগত হওয়াতে ব্যাঘ্র তাহাদিগের কিছুই করিতে পারে নাই। লোকে বলিয়া থাকে যে, মধ্যে মধ্যেই এই রূপ ঘটনা ঘটে। কিন্তু আশ্চর্য্যের বিষয় এই যে, এই রূপ দেখিয়া শুনিয়াও অত্রত্য অধিবাসীর মধ্যে কেহই ইহার প্রতিবিধানের চেষ্টা করিতেছেন না।

৫। এই গ্রামের অগ্নিকোণে প্রায় দুই ক্রোশ অন্তরে কোলা নামে এক ক্ষুদ্র গ্রাম আছে, তাহাতেও এক বৃহৎ পুংশৃগাল অত্যন্ত দৌরাত্ম্য করিতেছে। ঐ শৃগালের এরূপ সাহস যে, রাত্রিযোগে জননীর ক্রোড় হইতে লইয়াগিয়া দুইটী বালককে হত ২। ৩ টীকে আহত করিয়াছে। উহা যুবা ব্যক্তিকে দংশন করিতেও পরাঙ্মুখ হয় নাই। ফলতঃ এক সামান্য শৃগালে উক্ত গ্রাম নিতান্ত ব্যতিব্যস্ত করিয়া তুলিয়াছে। উহার দ্বারা এই রূপ অত্যাচার হওয়াতে কয়েক ব্যক্তি উহাকে মারিবার চেষ্টা করিয়াছিল। কিন্তু সকল প্রযত্ন হইতে পারে নাই। কারণ শৃগাল তাহাদিগের এই রূপ চেষ্টা দেখিয়া কোথায় পলায়ন করিল, যে কেহই তাহার অনুসন্ধান করিতে পারিল না। এই রূপ যখন উদ্যোগ করে, তখনই প্রায় নিষ্ফল হইয়া থাকে। এখানকার বাঘের ভয়ের ন্যায়, সেখানকার লোকেরা, [illegible] গালের ভয়েও অত্যন্ত কুণ্ঠিত [illegible] য়াছে। অধিক কি সে [illegible] জন্য কেহই বাহিরে থাকিতে [illegible]

বিবিধ সংবাদ।

২৮ এ মাঘ সোমবার।

নদীয়া বিভাগের কমিসনরের [illegible] অনুসারে বঙ্গদেশীয় গবর্ণমেণ্ট বারাস[illegible] তি স্থানে ১৮৫৭ অব্দের ১৭ আইন প্রচলি[illegible] করিতেছেন। গবর্ণমেণ্টের অবগত হইয়া[illegible] অপরিষ্কৃত পুষ্করিণী প্রভৃতিই জ্বরের প্র[illegible] কারণ। এই আইন প্রচলিত হইলে গ্রামবা[illegible]দিগকে আপন আপন বাটী ও পুষ্করিণী প[illegible]কৃত রাখিতে হইবে। বারাসতের সাধা[illegible] তদ্দেশীয় সভার উত্তেজনাই এতদনুষ্ঠানের [illegible] কারণ। অন্য অন্য গ্রামেও এই আইন প্র[illegible]লিত করিবার চেষ্টা করা উচিত।

রেবরেণ্ড এ, জি, সটলর অধ্যক্ষ হইয়া [illegible]র্কার হালিবরি কালেজ [illegible]ন্যাছেন। তা[illegible]বর্ষীয় সিবিল সর্ব্বিসে প্রবেশ করিয়া এই স্থা[illegible] অধ্যয়ন করিবেন। হালিবরির নাম শুনি[illegible] সিবিল সর্ব্বিসের একচেটিয়ার কথাটী আ[illegible]দিগের স্মৃতি পথে উদিত হইল।

ডাউলিন্স সাহেব সর চারলস উডকে [illegible] দিয়াছেন গত শিল্পপ্রদর্শনী সভায় ভারত[illegible]র্ষীয় রাজা ও সর্দারগণ যথোচিত উৎ[illegible] সহকারে দ্রব্যাদি প্রেরণ করেন নাই তা[illegible] কারণ এই তথায় তাঁহাদিগকে ক্ষতি [illegible] হইতে হয়। তিনি তন্নিমিত্ত প্রস্তাব করিয়া[illegible]ন যাঁহারা দ্রব্যাদি প্রেরণ করিবেন তৎপ[illegible]র্ব্বে তাঁহাদিগকে বিলাতীয় দ্রব্য উপঢৌ[illegible] দেওয়া উচিত। সর চারলস উক্ত উপায়ে [illegible]মত হইয়াছেন। এইরূপ যত্ন প্রস্তুত প্র[illegible] শিল্প কার্য্যে উৎসাহ প্রদত্ত হইলে ভারতব[illegible] ঐ সকল বিষয়ের অল্পকাল মধ্যে সবিশে[illegible] উন্নতি হইবে সন্দেহ নাই।

লাঙ্কেসায়রের মজুরদিগের সাহায্য[illegible] জন্য জয় পুরের রাজা ৫০০০ টাকা প্রদান [illegible]রিয়াছেন।

আমেরিকার কনিফেডিরেট ইজারদারে[illegible] ভয়ানক জুয়াচুরি করিয়া ধরা পড়িয়াছে[illegible]

এক ব্যক্তি ঐক রেজিমেন্ট সেনায় সমুদায় জুতা দিয়াছে। কিন্তু এক খানিতেও স্বত্বোনা প্রেক নাই। রুটি প্রভৃতিতে অন অন্য দ্রব্য বাহির হইয়াছে। কণ্ট্রাক্টের অবস্থা সর্ব্বত্রেই সমান।

ঢাকা প্রকাশ সম্পাদকের নামে মানিক বধের ভূতপূর্ব্ব ডেপুটি মাজিষ্ট্রেট লাইবেল বলিয়া ফৌজদারিতে নালীশ করিয়াছেন। এইরূপ দুইএকটি লাইবেল মকদ্দমা হওয়াই ভাল, তাহা হইলে বিচারপতিদিগের চৈতন্য হয়।

উক্তপত্র তথায় জুয়াচুরির বিশেষ প্রাদুর্ভাব প্রসঙ্গ করিয়া আক্ষেপ করিয়াছেন। এক ব্যক্তি চাকরীর লোভে এক জাল জমীদারের সহিত তাস খেলিতে গিয়া কয়েকটি টাকার জল দিয়াছেন। ধূর্ত্তেরা নানা ছলে টাকা লইয়া থাকে। কলিকাতায় জুয়াচোরের দিন কত বড় জাঁক হইয়াছিল কিন্তু ওয়াকোপ সাহেবের প্রসাদে তাহা এখন কমিয়া গিয়াছে।

দিল্লী ইনষ্টিটিউট গেজেট বলেন সম্প্রতি তথায় প্রচুর বৃষ্টি হইয়া[illegible] ...কে বড় সুবিধা হইয়াছে।

ভারতবর্ষীয় রেইলওয়ে কোম্পানি হইতে আপনাদিগের মত পরিবর্ত্ত করিয়া কল্প করিয়াছেন দিল্লী হইয়া রেলওয়ে যাইবে না। আমরা কিয়দ্দিবস পূর্ব্বে এইরূপ একটি জনরব শ্রবণ করিয়াছিলাম তাহাতে বিশ্বাস করি নাই কিন্তু ইহা এক্ষণে সত্য হওয়াতে দিল্লী এতদ্দেশীয় ও ইউরোপীয় অধিবাসীরা চারলস উডের নিকটে এক আবেদন করিয়া কোম্পানির এ প্রস্তাবের প্রতিবাদ করিয়াছেন। এরূপ মত পরিবর্ত্তের বিশেষ কারণ কি তাহা না জানিয়া এবিষয়ে আমাদিগের অভিপ্রায় প্রকাশ করা বিধেয় হইতেছে না।

সম্প্রতি পাটনায় যে দরবার হয়, তাহাতে লেপ্টেনেণ্ট গবর্ণর তত্রত্য সম্ভ্রান্ত লোকদিগকে বলিয়াছেন "লোকের উৎসাহ না থাকিলে কোন গবর্ণমেণ্ট কোন দেশের মঙ্গল সাধন করিতে পারেন না। আপনারা যদি নিজে বিদ্যা শিক্ষা না করেন, ও নিজ নিজ সন্তানদিগকে তাহা না করান তাহা হইলে গবর্ণমেণ্টের কালেজ ও স্কুল স্থাপন করা অনর্থক। উচ্চতর ভারাক্রান্ত কার্য্যের উপযুক্ত না হইলে গবর্ণমেণ্টের তাহা প্রদান করিবার উদ্দেশ্য নিষ্ফল হইবে। সাধারণ বিচারালয়ে পাপের প্রতি দণ্ড হইলে কাজ হইবে না। সর্ব্ব সাধারণের ধর্ম্মনীতি জ্ঞান দ্বারা তাহার নিবারণ করিতে হইবে। আমি আপনাদিগকে এবিষয় গুলি বিবেচনা করিতে বলি, কিন্তু এ বিষয়ে মত জানিতে চাহি না, তাহা যথেষ্টরূপে সপ্রমাণ হইয়াছে। অন্য কিছুর অভাব থাকিলেও আপনাদিগের স্বার্থ ইহার প্রতিভূ হইবে। মীডল সাহেব যথার্থ কথাই কহিয়াছেন। আপনাদিগের কাজ আপনারা না করিলে কখন সে কাজের সম্যক উন্নতি হয় না কিন্তু যতদিন সে কাজটী অবশ্য কর্ত্তব্য বলিয়া এতদ্দেশীয় দিগের বোধ না হইতেছে, ততদিন গবর্ণমেণ্ট নিশ্চিন্ত হইতে পারেন না।

দিল্লীগেজেট বলেন, ১৫ ই ফেব্রুয়ারি আলিগড় পর্য্যন্ত বাষ্পীয় শকট চলিবে।

আলাহাবাদ গেজেট বলেন, রেইলওয়ের কর্ম্মচারীরা বিনা মূল্যে বাষ্পীয় শকটে যাইবার স্বত্বহইতে বঞ্চিত হইতেছেন। কোম্পানির কার্য্য ব্যতিরেকে অন্য কোন কারণে তাহাদিগকে বিনামূল্যে যাইতে দেওয়া হইবে না। কর্ম্মচারিদিগের পক্ষে এ [illegible] সন্দেহ নাই।

ফিনিক্স বলেন ইনকম ট্যাক্সের আসেসরদিগের পদ উঠিয়া যাওয়াতে গবর্ণমেণ্ট তাহাদিগকে পূর্ব্বকার পদে ফিরিয়া যাইবার অনুমতি দেন। কিন্তু অনেকের পূর্ব্ব পদ ব্যয় সংক্ষেপ উপলক্ষে উঠিয়া যাওয়াতে তাঁহারা বসিয়া আছেন। এক্ষণে গবর্ণমেণ্ট কি প্রকারে তাঁহাদিগের ক্ষতি পূরণ করিবেন তাহা বিবেচিত হইতেছে। আমাদিগের মতে তাহাদিগকে অন্য কোন কর্ম্ম দেওয়া কর্ত্তব্য। যে কয়েক মাস তাহারা বসিয়া আছেন তাঁহারা তাহার বেতন পাইতে পারেন, তবে যাঁহারা একেবারে কর্ম্ম হইতে অবসৃত হইতেছেন তাঁহাদিগকে পেন্সনের যোগ্য হইলে পেন্সন নচেৎ ছয় মাসের বেতন পুরস্কার স্বরূপ দেওয়া কর্ত্তব্য।

হিন্দুপেট্রিয়ট বলেন রাজকুমার গোস্বামী মহাশয়ের অন্যায় নিন্দাকরাতে ইংলিসম্যান সম্পাদকের নামে প্রধানতম বিচারালয়ে নালিশ হয়।

২৯ এ মাঘ মঙ্গলবার।

ইংলিসম্যান বলেন বোম্বাই বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ও লাটিন শিক্ষাদানের প্রস্তাব হইয়াছে।

তিনি আরও বলেন রাজপুতনায় সবরদিগের বিরোধ উপস্থিত হওয়াতে বিবাদাশঙ্কায় গবর্ণমেণ্ট একদল অশ্বারোহী সৈন্য প্রেরণ করিয়াছেন। সাবধান হওয়া সর্ব্বতোভাবে বিধেয়।

তিনি আরও বলেন জানুয়ারি মাসে মধ্যে কলিকাতায় ১[illegible]০৪৬৯৬ টাকা আয় হইয়াছে তন্মধ্যে ১৩৮৫৫ টাকা অন্যান্য

তিনি আরও বলেন ১৮৫৮ অব্দের রোহিলা লায়লা বাদে দণ্ড হইয়াছে। [illegible] প্রমাণ হওয়াতে তত্রত্য বিচারপতি তাহাদিগের যাবজ্জীবন দ্বীপান্তরিত করিয়াছেন।

দিল্লীগেজেট বলে বড়কেলে একদল দস্যু প্রবেশ করিয়া লুঠ আরম্ভ করিয়াছে। গবর্ণমেণ্টের একদল সৈন্য যাওয়াতে তাহারা পলায়ন করিয়াছিল কিন্তু আবার সেইরূপ উপদ্রব আরম্ভ হইয়াছে।

ফিনিক্স বলেন রঙ্গপুরের রাজা এত দিন গবর্ণমেণ্টের অধীনে ছিলেন, এক্ষণে বয়ঃপ্রাপ্ত হইয়া স্বদেশ গমনে অনুমতি পাইয়াছেন। যত দিন না তাঁহার বয়ঃপরিণাম ও কর্ম্মদর্শিতা না হয় তত দিন এক জন কার্য্যদক্ষ কর্ম্মচারী রাখা হইবে স্থির হইয়াছে। মুরশিদাবাদের এক জন ডেপুটি মাজিষ্ট্রেট মাসিক ২০০ শত টাকা বেতনে ঐ কর্ম্মে নিযুক্ত হইবেন।

হরকরা বলেন সি এম ডাকান সাহেব ইংলণ্ডে গমন করিয়াছেন এবং লেভিঞ্জ তাঁহার পদে নিযুক্ত হইয়া শীঘ্রই এখানে আসিবেন।

লাহোর ক্রনিকেল বলেন ৩১ এ জানুয়ারি জলন্ধরে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হইয়া গিয়াছে। এমন কি বৃক্ষের পত্র সমূহে পথ রুদ্ধ হইয়াছিল।

রোসন্তমিলো নামে বিবি এক কাবুলীর নামে এই বলিয়া অভিযোগ করে যে ঐ ব্যক্তি আমার শাল চুরি করিয়াছে কিন্তু কাবুলী সী বলিল আমি পাঁচ আনার পয়সা পাইব বলিয়া শাল কাড়িয়া লইয়াছিলাম তাহাতে মকদ্দমা অগ্রাহ্য হইয়াছে।

৩০ এ মাঘ বুধবার।

ফিনিক্স বলেন বাঙ্গালার লেপ্টেনেণ্ট গবর্নর কাশীহইতে আলিপুরে প্রত্যাগমন করিয়াছেন।

টাইমস অব ইণ্ডিয়া বলেন, তত্রত্য এলফিনিষ্টোন কালেজ ও বিশ্ববিদ্যালয়ের বাটী নির্ম্মাণ প্রস্তাব হইতেছে। অনেক দিন হইল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাটী নির্ম্মাণ প্রস্তাব হইয়া তাহা নিবিয়া গিয়াছে।

হরকরা বলেন পাতিয়ালার নূতন মহারাজ তাঁহারদিগের ষ্টার অব ইণ্ডিয়া উপাধি চিহ্ন গবর্ণমেণ্টে প্রত্যর্পণ করিয়াছেন।

হাওলদার কালীচরণ আসামের অন্তর্গত বকপোথার গ্রামে এক দল নাগার সহিত যুদ্ধ কালে বিশেষ সাহস প্রদর্শন করাতে তাঁহাকে তৃতীয় শ্রেণীর সম্মান চিহ্ন দেওয়া হইয়াছে।

পারস্যদেশ ক্রমশঃ সভ্যতর হইতেছে। মামুদ খাঁ টিহরণ হইতে লণ্ডনে দূত হইয়া গমন করিতেছেন। বাণিজ্য সংক্রান্ত সন্ধি

...উপর অভিপ্রেত। রাজসভার অধ্যক্ষ ... ইচ্ছানুসারে মিরজাফর হস্তে উক্ত দেশে যেই ... ও টেলিগ্রাফ হইতেছে।

... ওয়ারে বোম্বাই পথের এক শাখা ... তুলার ... সাধন এই শাখা মুখ্য উদ্দেশ্য।

... বলেন গবর্ণমেণ্ট এক লাক টাকা ... ক্রয় করিয়াছেন। তথায় ... বার্ষিক হইবে।

... সম্প্রতি যে সংবাদ আসিয়াছে তাহাতে জানা যাইতেছে সর চার্লস উড ... লাড হইতেছেন। আমেরিকার বি... ইংলণ্ডের উপর কুপিত হইতেছেন। ... কারণ এই উক্তত্য গবর্ণমেণ্ট ... মধ্যস্থ হইয়া উক্ত গৃহবিবাদে ... করিতে চাহেন নাই। এদিকে উক্ত ... লোকেরা লাঙ্কেসায়েরের জন্য ... করিয়া ইংলণ্ডীয় লোকের প্রীতি ভাজন হইয়াছেন।

উত্তর পশ্চিমাঞ্চলের পত্র সকল গবর্ণমেণ্টের নোটের বিষয়ে বিশেষ বিরক্তি প্রকাশ করিতেছেন। তথায় গবর্ণমেণ্ট নূতন নোট সরা... ! বদল লইতে চাহেন না। যদি এই ... কষ্ট যথার্থই বিরক্তি জন্মিতে পারে।

১ লা ফাল্গুন হরকরা ডিবার।

মেজর বিবন আরব জাতির সহিত সন্ধি করিয়াছেন। তাহারা আর ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের সীমা মধ্যে আসিয়া দৌরাত্ম্য করিবে না, এবং গবর্ণমেণ্টের প্রজাদিগকে আপনাদিগের দেশে যাইতে দিবে। তাহারা স্বেচ্ছা ক্রমে ব্রিটিস অধিকার মধ্যে বাণিজ্য প্রভৃতির জন্য আসিতে পারিবে, কিন্তু সমস্ত সময়ে তাহারা ... অস্ত্র লইয়া আসিতে পারিবে না। গবর্ণমেণ্ট নিজ সীমাতে কেল্লা করিতে পারিবেন, এবং আরবেরা আপনাদিগের সীমায় পুলিষ করিবে। গবর্ণমেণ্ট প্রতি বৎসর তাহাদিগের পুলিষ ব্যয়ের জন্য ১০০ কোদালী, ৩০ মণ লবণ, ৮০ বোতল রম, ২ সের ... দিবেন, এবং ১ মণ তামাক দিবেন। তাহারা প্রতি বৎসর গবর্ণমেণ্টকে কয়েকটি ... ও মুরগী দিবে। এক্ষণে প্রশ্ন হইতেছে তাহারা এই প্রতিজ্ঞা পালনে সমর্থ হইবে কি না ?

ইংলিসমান বলেন, সম্প্রতি ... ডাকায় ১ খনিত পঞ্জাব পদাতিক ... সহিত দাঙ্গা হইয়াগিয়াছে। ... জানা যায় নাই।

উক্ত পত্র বলেন আলগদহের লাটটকে ... কাপ্তেন ... কর্ণেল বীডনের ... বঙ্গদেশীয় গবর্ণমেণ্টের পবলিক ওয়ার্কের সেক্রেটারি হইতেছেন। কর্ণেল বীডন ...

বঙ্গীয় ... পবলিক ওয়ার্কের সেক্রেটারি হইবেন।

ফিনিক্সে ... সংবাদ ... বলেন মৃত রাজা প্রসন্ন নারায়ণ দেবের ... বিলাতী শিক্ষার জন্য কলিকাতার ওয়ার্ডস ... প্রেরণ করা হইতেছে। কিন্তু ... ও ঐ বালকের মাতা তাঁহাকে ... প্রেরণ করিতে অনিচ্ছুক। তাঁহারা বলেন যাঁহারা ওয়ার্ড গৃহ হইতে প্রতিগমন করেন, তাঁহারা নানা প্রকার ... শিখিয়া যান। এক জন (... নাথ রায়) সুরাপান করিয়া প্রাণত্যাগ করিয়াছেন। ... লোকের এই সংস্কার জন্মিয়াছে এখা... গৃহে বালকদিগের চরিত্রের প্রতি দৃষ্টিপাত করা হয় না তন্নিমিত্ত উঁহারা উহার প্রতিবাদ করিয়া গবর্ণমেণ্টের নিকটে আবেদন করিবেন। যদি ওয়ার্ডস গৃহে বস্তুত এ প্রকার হয়, তাহা হইলে ত উহার সুখ্যাতি নষ্ট।

গত ... আদালতে কয়েক জন ... পড়িয়াছে। দুই এক ইংরাজ বণিক উহার মধ্যে ছিলেন। কিন্তু সর্বাপেক্ষা মহীসুর বংশীয় রাজকুমার ... সিংহ হই... যাছেন। ইনি ৫০ ... টাকা ঋণ দায়ে ... লিয়া হইবার চেষ্টা পান কিন্তু ... উত্তমর্ণ মহাজনদিগের সহিত ... বন্দোবস্ত করিতে সমত হইয়াছেন, তন্নিমিত্ত ছয়মাস সময় দেওয়া হইয়াছে। সর চার্লস উড টিপু সুলতানের দিগকে যে ... লক্ষ টাকা দেন তন্মধ্যে ... ৫০০০ টাকা দেনা পরিশোধের জন্য দেওয়া হয়। কিন্তু তিনি তাহা বিবাহ ও আমোদে ব্যয় করিয়া মহাজনকে ডুবাইবার নিমিত্ত আদালতে উপস্থিত হইয়াছিলেন। সর ম... তন্নিমিত্ত বিশেষ বিরক্তি প্রকাশ করিয়াছেন আমরা এ বিষয়ে বিচারপতির কার্য্যের সম্পূর্ণ অনুমোদন করিতেছি। কবে এই সকল নির্বোধ রাজকুমারের চৈতন্য হইবে।

নিম্ন লিখিত সংবাদ গুলি ... ইণ্ডিয়া ... হইতে গৃহীত হইল। বাবু ... নীল ... বাষ্পীয় জাহাজ ক্রয় করিয়া তাহা ... পাঠাইতেছেন। এতদ্দেশীয় ... পারসীদিগের দৃষ্টান্তানুসারে ... বিদেশে বাণিজ্য করিতে যাইতেছেন।

... ফাল্গুন শুক্রবার।

... বেথুন সোসাইটী সভায় সংস্কৃত কালেজের প্রিন্সিপাল ই. বি. কাউএল সাহেব উপনিষদের ... প্রবন্ধ বিষয়ক একটী ... দিয়াছেন। তাহার পর বোম্বাইয়ের ... ক্লামজী ... জী বক্তৃতা করেন। ...

সেই তাহাদিগের ... মন্তুষ্ট হইয়াছেন।

হরকরা বাঙ্গালি ... গালি দিয়া একটী প্রস্তাব লিখিয়াছেন। আগামি বারে ... এ বিষয়ে আপনাদিগের অভিপ্রায় ব্যক্ত করিব।

বীডন সাহেব বাঙ্গাল গবর্ণমেণ্টের সেক্রেটারিদিগের প্রতি এই আদেশ করিয়াছেন, তাহারা যখন প্রধান ... বিচারালয়ের জজ দিগকে পত্র লিখিবেন, তখন যেন সমধিক ... সহকারে লিখেন। আমরা মনে করিতাম, অজ ব্যক্তিরা রাজসম্পর্ক হইলেই উদ্ধত হইয়া লোকের সহিত রূঢ় ব্যবহার করে তাহা নয় রাজসম্পর্ক বিজ্ঞ ব্যক্তিদিগেরও চিত্তকে বিকৃত করিয়া তুলে। এই নিমিত্তে আমরা ... দেখিতে পাই মফস্বল আদালত ... লিখিয়া থাকেন "তোমাকে লেখা যায় তুমি আদালতে হাজির হইবা" ইত্যাদি। বীডন সাহেব এই অবকাশে এ বিষয়েও কিছু মনোযোগ না করেন কেন ?

ইণ্ডিয়া ... আরো বলেন, গবর্ণর জেনেরল একদিন কাশীতে বাস করিয়া আলাহাবাদে গমন করিয়াছেন। পর দিন তথা হইতে কানপুর যান ... তথা হইতে আগরা গিয়াছেন। সেই খানে কিছুদিন থাকিয়া বাজেট আলোচন করিবেন।

টাইমস অব ইণ্ডিয়া বলেন, মহারাজ রণজিৎ সিংহ ... গ্রহণ করিয়াছেন।

৩রা ফাল্গুন শনিবার

ফিনিক্স বলেন ... বিধি ... করিবার বিশেষ বিরুদ্ধ পত্র লিখিয়াছিলেন বলিয়া ইংলণ্ডের ভারতবর্ষীয় ... অনেকে তাহাকে ধন্যবাদ প্রদান করিয়াছেন। পক্ষপাত শূন্য ... ব্যক্তিমাত্রেই প্রশংসা করিবেন সন্দেহ নাই।

আলাহাবাদ ... বলেন গবর্ণর জেনেরল তথায় উপনীত হইয়া ... নির্মাণ ... ভূমি ... করিতে গিয়াছেন ... দেখিবার অভিপ্রায় ছিল কিন্তু সময়াভাবে ... সম্পন্ন হয় নাই।

উক্ত পত্র আরো বলেন কর্ণেল ... ছিলেন ... নিষ্কাশনের যে প্রস্তাব করিয়াছিলেন সর ... কটন ও ... ছিলেন।

অযোধ্যা গেজেট বলেন রাজকুমার ... লক্ষ্ণৌতে আসিয়াছিলেন পরে কাশীতে গবর্ণর জেনেরলের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছেন।

সমাচার হিন্দুস্থানি বলেন ১০ ই ... মাপতি ... সীতাপুরে গিয়াছেন, এবং সেথা হইতে গবর্ণর জেনেরলের ... করিবার মানসে কানপুরে গমন ...

উক্ত পত্র আরো বলেন সেন্টজন কালেজে মেথরের সন্তান প্রবেশ করাতে তত্রত্য ছাত্রেরা অপমান বোধ করিয়া ইতিপূর্ব্বে কালেজ পরিত্যাগ করেন। সম্প্রতি তাহারা ভিক্টোরিয়া নামে একটী কালেজ স্থাপন করিয়াছেন।

প্রায় তিন বৎসর অতীত হইল বৈদ্যবাটীতে একটী ইংরাজি বাঙ্গলা বিদ্যালয় স্থাপিত হইয়াছিল গবর্ণমেণ্ট এত দিনের পর অনুকূল হইয়া তাহাদের মাসিক ৩৫ টাকা সাহায্য প্রদান করিয়াছেন।

উক্ত পত্রে আরো বলেন, মহারাজ মানসিংহ অত কল্য লক্ষ্ণৌ পৌঁছিয়াছেন তথা হইতে গবর্ণর জেনেরলের সহিত সাক্ষাৎ মানসে কানপুরে যাইবেন

দিল্লীগেজেট বলেন কাপ্তেন আবনট্‌ দর্গা হইতে পতিত হইয়া ওবটোর মধ্যে কবাল কালে পতিত হইয়াছেন। ও লেডি আবনট্‌ও অত্যন্ত আহত হইয়াছেন কিন্তু জীবিত আছেন

ইউরোপীয় সমাচার।

লণ্ডন ১৯এ জানুয়ারি। এইরূপ কিংবদন্তী যে লার্ড পামর্ষ্টন, সর চার্লস উড ও ইলিস, [illegible], ওয়েষ্টওয়ার্থ, [illegible] এবং [illegible] হেনার [illegible] শক্তিকে পোপের প্রত্যর্পণার্থ অনুরোধ করিয়াছেন। প্রিন্স ডি [illegible] জেনেরল [illegible] সাহেব [illegible] [illegible] হইয়াছে [illegible] একটী [illegible] করিয়াছেন। [illegible] বলেন আমেরিকা [illegible] হইতেছে। অবজারবর বলেন [illegible] আমেরিকার [illegible] [illegible] আমেরিকার উত্তরাংশের [illegible] দুইটী মহাপ্রদেশ [illegible] ও লুইসিয়ানা [illegible] [illegible] ৫০০০ [illegible] ১২০০০ [illegible] বিনষ্ট হইয়াছে।

[illegible] কার্য্যালয় [illegible] হইতেছে [illegible] নাই। [illegible] [illegible] সোসাইটির [illegible] মন্দিরে [illegible] জলমগ্ন হইয়াছে। [illegible] করিয়াছে

এবং অনেক স্থানের আপন আপন পদ পরিত্যাগ করিয়াছেন। ওলন্দাজের প্রতিনিধি কংগ্রেস সভায় বিদেশীয়দিগের সাহায্য বিষয়ের আনুকূল্যে একটী বক্তৃতা করিতে অভিলাষ করিয়াছেন। ফরাসিরা [illegible] অধিকার করিয়াছে। স্পেনে নূতন মন্ত্রিসম্প্রদায় হইয়াছে। প্রুসিয়ার সভায় অধিবেশন হইয়াছে। রাজ্ঞ আপনার [illegible] রাজনীতির অনুসরণেই আগ্রহ প্রকাশ করিতেছেন। কোন্ সর্গের [illegible] উক গ্রীসের সিংহাসন গ্রহণে অসম্মত হইয়াছেন। ইটালির সহিত ফ্রান্সের বাণিজ্য বিষয়ক যে সন্ধিপত্র হয় তাহাতে স্বাক্ষর করা হইয়াছে। ইনি [illegible] গবর্ণর কালগ্রাসে পতিত হইয়াছেন।

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

বুধবার ১১ই ফেব্রুয়ারি।

অনরেবল হারিংটন সাহেব গবর্ণমেণ্টের রাজস্ব বিষয়ক আইন সংশোধন করিবার বিলে সিলেক্ট কমিটি প্রদত্ত রিপোর্ট প্রদান করিলেন এবং [illegible] মেদিনীপুর জেলার অন্তর্গত মেহবা ও [illegible] পুর সাধারণনিয়মাধীন করিবার বিলে সিলেক্ট কমিটির রিপোর্ট সভায় অর্পণ করিলেন।

অনরেবল মেইন সাহেব সিঙ্গাপুর প্রভৃতির মিউনিসিপাল কমিসনর দিগের ক্ষমতা বৃদ্ধি করিবার বিল সভায় উপস্থিত করিলেন। তিনি আরও অপরাধী ব্যক্তিদিগকে হরিণবাড়ী বা সাধারণ জেলে বদ্ধ করিতে না দিবার বিষয় বেঙ্গাইয়ের প্রধান [illegible] দিগের ও অন্যান্য বিচারপতিদিগের ক্ষমতা দিবার এক বিল সভায় অর্পণ করিবার অনুমতি প্রার্থনা করিলেন।

অনরেবল হারিংটন সাহেব বলিলেন এতদ্দেশীয় [illegible] অপরাধি ব্যক্তিদিগের [illegible] বিষয়ক আইন সংশোধনার্থ বিলে সিলেক্ট কমিটি যে রিপোর্ট করিয়াছেন তাহার বিষয় বিবেচনা করা হয়। অনন্তর উক্ত সিলেক্ট কমিটির প্রস্তাবানুরূপ সংশোধিত হইয়া বিধিবদ্ধ হইল। আরো তাঁহার প্রস্তাবক্রমে দেওয়ানি [illegible] আইন সংশোধন বিষয়ক বিলে সিলেক্ট কমিটির প্রস্তাবানুরূপ সংশোধিত হইয়া বিধিবদ্ধ হইল

অনরেবল মেইন সাহেব বলিলেন দারজিলিঙ প্রদেশের [illegible] সংশোধন করিবার বিলে সিলেক্ট কমিটি যে রিপোর্ট করিয়াছেন, তাহা একণে বিবেচিত হউক। অনন্তর উহা সংশোধিত হইয়া বিধিবদ্ধ হইল।

গবর্ণমেণ্ট বিজ্ঞা

বাঙ্গলাদেশীয় লেপ্টনেণ্টগবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

২১এ জানুয়ারি—বাবু ভূদেব মুখোপাধ্যায় [illegible] পাঠশালার এডিসনাল ইনস্পেক্টর হইবেন।

৩১এ জানুয়ারি—বাবু অতুলচন্দ্র [illegible] ১৮৩৩ অব্দের ১৫ আইনের অনুসারে [illegible] ভাগের ডেপুটী মাজিষ্ট্রেটের প্রতিনিধি ও [illegible] ৩৩ অব্দের ৯ নিয়মানুসারে তথাকার ডেপুটী কালেক্টর হইবেন এবং বাখেরগঞ্জে থাকিয়া ১৮৬১ অব্দের ২৫ আইনের ২২ ধারা অনুসারে তথাকার ২য় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

৪ঠা ফেব্রুয়ারি—পাবনার ছোট আদালতের জজ, ডবলিউ, রাইট সাহেব কিছুদিনের [illegible] ঐ জেলার দলিল দস্তাবেজের প্রতিনিধি [illegible] জিষ্টার হইবেন।

ডবলিউ ফিগার্ট সাহেব প্রেসিডেন্সি কালেজের ইতিহাসের ও তর্কশাস্ত্রের সহকারী অধ্যাপক হইবেন।

দক্ষিণ বিভাগের রেভিনি বি, স্মার্ট সাহেব ১৮৩৩ সালের ৯ নিয়মানুসারে ডেপুটী কলেক্টরের ক্ষমতা প্রাপ্ত হইবে

গড়বেতার ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কলেক্টর বাবু কমলাকান্ত বশাক বদলি হইয়া বেহারে গিয়া মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

গড়বেতা বিভাগের ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কলেক্টর সি, জি, ডিবেটন সাহেব বাঁকুড়া ও মেদিনীপুরের মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

মৌলবী ওয়াজি উল্লা ১৮৩৩ অব্দের ১৫ আইন অনুসারে বীরভূমের প্রতিনিধি মাজিষ্ট্রেট ও ১৮৩৩ সালের ৯ম নিয়মানুসারে তথাকার ডেপুটী কলেক্টর হইবেন এবং ঐ জেলার মাজিষ্ট্রেটেরও সম্পূর্ণ ক্ষমতা পাইবেন।

পূর্ণিয়ার প্রতিনিধি ডেপুটী কলেক্টর মৌলবী আজিজুদ্দিন মহম্মদ ঢাকায় বদলি হইয়াছেন।

মৌলবী আমোজদ্দিন মহম্মদ পূর্ণিয়ার ডেপুটী কলেক্টরের প্রতিনিধি হইবেন।

ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর জেমস হিউম সাহেব ১৮৬১ অব্দের ২৫ আইনের ২২ ধারানুসারে ২৪ পরগণার ১ম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর মৌলবী সৈয়াদ আশিদ হোসেন, উক্ত আইন অনুসারে মুঙ্গেরের ১ম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

১ ই ফেব্রুয়ারি উত্তর কাছাড়ের প্রতিনিধি সহকারী কমিসনর লেপ্টনন্ট ডবলিউ সি এস ক্লার্ক সাহেব ঐ জেলার মাজিষ্ট্রেট ও সদর আমিনের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

১৩ই মৌলবী আবদুল আলির অনুপস্থিতিকাল পর্য্যন্ত বাবু গোবিন্দচন্দ্র বসু ১৮৪৩ অব্দের ১০ আইন অনুসারে ত্রিপুরার মাজিষ্ট্রেটের প্রতিনিধি এবং ১৯৩৩ অব্দের ৯ম নিয়মানুসারে তথাকার ডেপুটী কালেক্টর হইবেন এবং যত দিন অন্যকোন অনুমতি না হয় তত দিন ১৮৬১ শালের ২৫ আইনের ২২ ধারার অনুসারে তথাকার ২য় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের কার্য্য করিবেন।

এইচ ই কক্স সাহেব রাজসাহির ডাক্তরের প্রতিনিধি হইবেন।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয়েষু।

নিবেদন, গত শনিবার বাত্রিতে আমড়া নিবাসী শ্রীযুক্ত মহেশচন্দ্র বিশ্বাসের পাকাবাটীর [illegible] দালানের দ্বারের ও সিঁড়ির দুই দ্বারের কবাটের খুরসা ভাঙ্গিয়া লোহার সিন্দুকের চাবি আদি ভগ্ন করিবার অস্ত্র ও যন্ত্র বর্জিত একদল সিঁদকাটা চোর প্রবেশ করিয়া উপর [illegible] র দ্বারের কবাটের খুরসা ভাঙ্গিবার উপক্রমে নিকটস্থ প্রতিবাসীর নিদ্রাভঙ্গ হইবায় চোরেরা ভয়ে যন্ত্রাদি ফেলিয়া পলায়ন করিয়াছে। পরে উক্ত বিশ্বাস [illegible] প্রাতে এই সমাচার পাইয়া আপন পুত্রের [illegible] ঐ সম্বাদ নিকটস্থ থানায় জানাইবায় [illegible] দারোগা জি শুভাগমন পূর্ব্বক দৃষ্টিপাত করিয়া ঐ [illegible] যন্ত্রাদি থানায় লইয়া গিয়াছেন, বিশ্বাস [illegible] খুরসা ভাঙ্গা। তিন অন্য প্রকার হয় নাই [illegible] ঐ কোদাল কাটা ও আইরন চেষ্ট কাটা যন্ত্র [illegible] দেশীয় সিঁদ চোরেরা [illegible] কখন দেখে নাই। থানা দারোগা মহাশয় আর কিছুদিন থাকিলে এইরূপ সুন্দর অনেক যন্ত্র দৃষ্টিগোচর হইবেক। আবার উনি বাসিন্দার বাটীতে একটা সিঁদ চুরি হইয়া গিয়াছে সত্য মিথ্যা [illegible] দারোগা মহাশয় [illegible] বেজেষ্টরি [illegible] ইন্সপেক্টার [illegible] মফস্বলে হইলে প্রতাপ [illegible] হইতে পারিবে না, তবে কেন এরূপ ইস্তেহার জারির আইন বলবৎ থাকাতেও গোপনে ২ ঘরে বসে ঐরূপ এত্তালাদি জারি হইয়া একতরফা ডিক্রী হইয়া অনেকের সর্ব্বনাশ (১) হইতেছে।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

সম্পাদক মহাশয়! অত্যন্ত পরিতাপিত হইয়া নিম্ন লিখিত প্রস্তাবটী আপনকার সমীপে প্রেরণ করিতেছি। অনুগ্রহ করিয়া ভবদীয় ভুবনবিখ্যাত সোমপ্রকাশে প্রকাশ করত পাঠকগণের গোচরীকৃত করিলে, নিতান্ত অনুগৃহীত হইব। মহাশয়! বহুদিবসাবধি শ্রীহট্ট গবর্ণমেণ্ট ইঙ্গরেজী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্য্য করে আসিতেছেন, [illegible] ও কুসংস্কার-নিবারণ-প্রবৃত্ত [illegible] বিদ্যোৎসাহী [illegible] সিদ্ধান্ত গ্রহণ করিয়া আসিতেছি। [illegible] নিতান্ত অসম্ভব ও অলীক বলিয়া [illegible] ছিল। সুতরাং তাহার তথ্যানুসন্ধানে প্রবৃত্ত হইতেও কোন রূপেই প্রবৃত্তি হয় নাই। ক্রমে ক্রমে যখন দেখিলাম এখানকার প্রায় [illegible] কৃতবিদ্য লোকেই একবাক্য হইয়া নানা স্থানে কেবল ঐ বিষয়েরই আন্দোলন করিয়া থাকেন নিতান্ত দুষ্প্রবৃত্তি বিবেচনায় তৎপরোনাস্তি পরিতাপিত হইতেছেন ও ভূয়োভূয়ঃ দীর্ঘ নিশ্বাস পরিত্যাগ করিতেছেন, তখন আর তাহা অমূলক বলিয়া উপেক্ষা করিতে পারিলাম না। তদবধি কয়েক মাস পর্য্যন্ত প্রকৃত মনঃসংযোগে একান্ত মনে কেবল ঐ বিষয়েরই যাথার্থ্যানুসন্ধানে প্রবৃত্ত হইলাম। মহাশয়! অনুসন্ধান দ্বারা যাহা অবগত হইয়াছি তাহাতে নিশ্চয় প্রতীত হইতেছে, উক্ত মহাত্মা এস্থানের উৎকর্ষ সম্পাদনের এক মহান্ অন্তরায় হইয়াছেন এবং এই দুর্নিবার অন্তরায় অপনয়ন করিতে অসমর্থ হইয়া, সর্ব্বত্র সর্ব্বোৎকৃষ্ট [illegible] বিদ্যোৎসাহী মহোদয়গণ নিরন্তর অন্তর্দাহে অভিভূত হইলেও তদীয় ক্ষমতা দেখিয়া, সর্ব্বথা, প্রকাশ্যরূপে তৎপ্রতি বিধানার্থ কোন বিষয়ে হস্তক্ষেপ করিতে সাহসী হইতেছেন না। বাস্তবিক সম্পাদক প্রবর! এই মহানিষ্টকর গুরুতর বিষয়ের প্রতীকারে আপনারা (সম্পাদকেরা) লেখনী ধারণ না করিলে এখানকার অনিষ্ট কোন ক্রমেই রক্ষা পায় না। এজিলাতে ব্রাহ্মণের সংখ্যা অল্প সুতরাং এই স্কুলের কার্য্য [illegible] প্রকার উপকারের প্রত্যাশা রাখি। সম্প্রতি [illegible] লের যেরূপ দুরবস্থা হইয়াছে, তদর্শনে [illegible] রূপেই নিশ্চিন্ত ও নিশ্চেষ্ট থাকিতে ইচ্ছা [illegible] তেছে না। তাহার দুরবস্থার কারণ আপনা[illegible] গোচর করিয়া তৎপ্রতীকারে যত্নবান [illegible] বার নিমিত্ত আমার অন্তরস্থ প্রধান মনোবৃ[illegible] এক বাক্যে আমাকে পুনঃ পুনঃ উপদেশ প্রদান করিতেছে। কিন্তু প্রাচীন পণ্ডিতেরা বলিয়া [illegible] ছেন "অসম্ভাব্য ন বক্তব্যং প্রত্যক্ষং [illegible] দৃশ্যতে" কেবল ঐ বাক্যটী স্মরণ করিয়া এ[illegible] ল পর্য্যন্ত তাহা করি নাই। কারণ হেড মা[illegible] এক জন কৃতবিদ্য লোক। তিনি কুসংস্কার পরতন্ত্র হইয়া, সংস্কারের প্রতিবন্ধক [illegible] কর্ত্তব্য কার্য্যে উদাস্য প্রদর্শন করেন, আমা[illegible] [illegible] নিতান্ত অসম্ভব ও অলৌকিক বলিয়া [illegible] নাই তত্ত্ব সমাজে [illegible] হইতে পারে। কিন্তু [illegible] [illegible]

(১) থানা বা ক্যাম্প ইস্তেহার জারির নিয়ম হইলে এই অনিষ্ট নিবারণের সম্ভাবনা থাকে। স

...াদি উঠিয়া যাইবে। এক্ষণেই অনেক ছাত্র স্কুল পরিত্যাগ করিয়া স্থানান্তরে গিয়াছে। ক্রমে ...ই বা যাইবে কেন? মহাশয়! সকলেই ত ...গণে অর্থ ব্যয় করিয়া কেবল সুশিক্ষার ...সতই সন্তানগণকে স্কুলে প্রেরণ করেন। যদি ...রেই ব্যাঘাত হইল, তবে আর কি নিমিত্ত ...ত অর্থ ব্যয় করিয়া তাহা (১) করিবেন?

১২৬৯ সাল
...১৮ মাঘ
সাং পাবনা। } কস্যচিৎ পাবনানিবাসিনঃ

১। হেড মাষ্টার যে সময়ে স্কুলে উপস্থিত ..., আর যেরূপে কার্য্য করেন, পত্রে ... বিস্তারিত করিয়া লিখিয়াছেন, আমরা ... আপাততঃ প্রকাশ করিলাম না। যেন ...তেই যেন সাবধান হইয়া নিয়মিত সময়ে ...স্কুলে উপস্থিত হইয়া যথারীতি সকল কার্য্য ... আমাদিগকে আর যেন এ বিষয়ে উল্লেখ করিতে না হয়। স।

সোমপ্রকাশ সম্পাদক
মহাশয় সমীপেষু।

"...কস্যস্যাপি পরিবাদ কীর্ত্তনং অহো মহতাং চি-...সেৎসেব কিং। ... পরিশোভতে ...। ... বিড়ম্বনা॥"

মহাশয়! কোন মহৎ ব্যক্তির উন্নত চরিতে ...কোন দোষ দৃষ্ট হইলে মন যাদৃশ ব্যথিত হয় কোন আদরণীয় পত্রিকাপত্রে প্রলাপ ...দৃশ কোন নির্দ্দোষ ব্যক্তির মিথ্যা অপবাদ ...ক পত্র সাদরে গৃহীত হইলে ততোধিক কষ্ট অনুভূত হয়। আপনার সোমপ্রকাশ যেরূপ আদরণীয় পত্র তাহা বোধ হয় আপনি অনবগত নহেন। এরূপ পত্রে সাধুচরিত্রে দোষারোপ দেখিলে মনোবেদনাগ্নি কষ্ট বোধ হয়। ১৪ই ...ম দিবসীয় সোমপ্রকাশে "দীননাথ শর্ম্মা" ...নামের এক পত্র প্রকাশ হইয়াছে। উহাতে ...বাবু শ্রীযুক্ত কুটিলস্বভাবে বিদ্বেষের ...বশবর্ত্তী প্রিয়তম কেশবচন্দ্র সেন মহাশয়ের ...প্রতি চরিতে দোষারোপ করিয়াছেন, এবং ...দুঃখের বিষয়, আপনি উহার সত্যাসত্য নির্ণয় না করিয়া অমনি যেন আগ্রহাতিশয়ের সহিত উহা প্রচার ও তদুপলক্ষে এক সম্পাদকীয় ...লিখিয়াছেন। কি আশ্চর্য্য! দৈবনির্য্যাতন ... কি ভয়ঙ্কর! শত ব্যক্তি যাহা দেখিয়াছে, ...ব্যক্তি যাহা শ্রবণ করিয়াছে, দৈবনির্য্যাতনের বশীভূত হইয়া লোকে তাহারও একটা মিথ্যা অপযশ রটনা করিতে ... হয়। কেশব বাবুর নবকুমারের জাতকর্ম্মোপলক্ষে যাহা যাহা হইয়াছিল তাহা বোধ হয় অন্যূন শত ব্যক্তি দেখিয়াছেন, এবং তদুপলক্ষে দেবেন্দ্র বাবু যাহা বলিয়াছিলেন তাহাও সকলে শুনিয়াছেন, কিন্তু দীন বাবু তাহারও একটা মিথ্যা অপবাদ রটনা করিলেন। কেনই বা করিবেন না? যখন অনায়াসে সোমপ্রকাশ সদৃশ পত্রে এরূপ অসার পত্র সাদরে গৃহীত হইতেছে, তখন অল্প দিন মধ্যে এপ্রকার শত শত পত্রপ্রেরক বাঙ্গলা ভাষার শ্রীবৃদ্ধি সাধনে যত্নবান হইবেন, সন্দেহ নাই। প্রিয় সম্পাদক! বিবেচনা করিয়া দেখুন, দীন বাবুর পত্রের ন্যায় অসার পত্র সোমপ্রকাশে প্রচার করা কি ভবৎসদৃশ ব্যক্তির উচিত? আপনকার এব্যবহার কি "বিশুদ্ধ বুদ্ধির অনুমোদিত"? ইহা কি বালকোচিত ব্যবহার (১) নহে? একটা সামান্য পত্রের উপর নির্ভর করিয়া ব্রাহ্মসমাজের উপর, দেবেন্দ্র বাবুর উপর, কেশব বাবুর উপর, ব্রাহ্মগণের উপর এবং কি জন্যই বা পরম পবিত্র ব্রাহ্মধর্ম্মের (২) উপর দোষ আরোপ করা কি সোমপ্রকাশ সম্পাদকের উপযুক্ত কার্য্য হইয়াছে? প্রিয়বর! আপনি কে, ও আপনার কত গুরুতর কার্য্য তাহা যেন সর্ব্বদা বিশেষরূপে নিখিল সময় স্মরণ থাকে। আপনাকে অধিক কি বলিব।

যে দিবস কেশব বাবুর বাটীতে তাঁহার নবকুমারের জাতকর্ম্ম সম্পন্ন হয়, সে দিবস তাঁহার পৌত্তলিক পরিবার মাত্রেই বাটী ত্যাগ করিয়া বাগানে গমন করেন, এমন কি অনেকে স্বীয় স্বীয় গৃহে তালা বদ্ধ করিয়া প্রহরী নিযুক্ত করিয়া রাখিয়া যান, যে কেশব বাবু তাহাদিগের কোন সামগ্রী ব্যবহার করিতে না পারেন। কেবল ব্রাহ্ম কয়েক জন বাটীতে থাকেন। সুতরাং ষষ্ঠী পূজা হওয়ার তো কোন সম্ভাবনাই নাই। কেশব বাবু স্বয়ং বলিয়াছেন, "অন্তঃপুরে ব্রাহ্মিকাগণ পবিত্রতা ও উৎসাহ সহকারে ব্রহ্ম নাম সংকীর্ত্তন করিয়া ব্রহ্মানন্দে এ শুভ মহোৎসব করিলেন"। কেশব বাবু কি এমনই অসার ও অপদার্থ হইলেন যে তিনি একটি অপকর্ম্ম গোপনার্থে আর একটি মিথ্যা কথা কহিবেন। অস্ম-

(১) দীননাথের পত্রের বিষয়ে আমাদিগের সন্দেহ জন্মিবার সম্ভাবনা কি? তিনি অকারণ মিথ্যা করিয়া এক জন ভদ্রলোকের নিন্দা করিতেছেন, এটী স্বপ্নেও সম্ভব? তিনি যে ষষ্ঠীপূজার কথা লিখিয়াছিলেন, কেশব বাবুর অমতে অন্তঃপুর মধ্যে তাহার অনুষ্ঠান হওয়া অসম্ভাব্য বলিয়াও আমাদিগের বোধ হয় নাই। দীননাথ বাবু স্বকীয় সমর্থন করিয়া পুনরায় আমাদিগের নিকট পত্র লিখিয়াছেন। ... হউক, এ বিষয়ের আন্দোলনে আর আমাদিগের ইচ্ছা নাই। স

(২) ব্রাহ্মধর্ম্মের উপর আমরা দোষ আরোপ করিব কেন? ব্রাহ্মধর্ম্মের দোষ কি? কতিপয় ব্রাহ্মের অবিমৃষ্যকারিতা দোষে ঐ ধর্ম্মের প্রতি লোকের অনাস্থা জন্মিতেছে দেখিয়া মধ্যে মধ্যে আমরা তাঁহাদিগকে সাবধান করিয়া থাকি, নতুবা আমাদিগের ব্রাহ্মধর্ম্মের প্রতি বিদ্বেষ নাই, ব্রাহ্মদিগের উপরেও বিদ্বেষ নাই, ব্রাহ্মদিগের ভ্রম প্রমাদ প্রদর্শন করিয়া আমরা প্রশংসা লাভ করি আমাদিগের এরূপ উদ্দেশ্যও নাই। জগদীশ্বর আমাদিগের হৃদয়ে দুরাকাঙ্ক্ষার তাদৃশ প্রাদুর্ভাব করিয়া দেন নাই। আমাদিগের দুরাকাঙ্ক্ষার মধ্যে কেবল একটি আছে, সে এই—কি ধর্ম্ম, কি আচার ব্যবহার, কি বলবীর্য্যাদি, কি বুদ্ধিমত্তা, সকল বিষয়েই এতদ্দেশীয়েরা সর্ব্বোৎকৃষ্ট হন, এক কোন অংশে দোষ দিতে না পারেন, সর্ব্বপ্রধান দেশ সকলে আমাদিগের দেশ দ্বিতীয় বলিয়া পরিগণিত না হয়, সর্ব্বদা আমাদিগের এই বাসনা। এই দুরাশাপরবশ হইয়াই আমরা স্বদেশের লোকের ভ্রম প্রমাদাদি দর্শন করিলেই তাহা প্রকাশ করিয়া তৎসংশোধন চেষ্টা পাই, কাহাকে অপদস্থ করা অথবা কাহার অনিষ্টাচরণ করা আমাদিগের অভিপ্রেত নহে। তাদৃশ অসৎ অভিপ্রায়ের আমাদিগের হৃদয়ে স্থান পাইবার কোন কারণ দেখা যাইতেছে না। লোক স্বার্থ সম্বন্ধ ব্যাঘাত সম্ভাবনা না দেখিলে কখন কাহার অনিষ্ট করে না। ব্রাহ্মদিগের হইতে আমাদিগের কি স্বার্থব্যাঘাত সম্ভাবনা আছে? যদি তাঁহারা বলেন, আমরা তাঁহাদিগকে অপদস্থ করিয়া যশোলাভের অর্থী হইয়াছি, তদুত্তরে আমাদিগের বক্তব্য এই, আমাদিগের সে প্রার্থনা নাই, কেবল তাঁহাদিগের বিষয়ে কেন, তাঁহারা ভাল করিয়া পরীক্ষা করিয়া দেখিবেন, আমাদিগের কোন বিষয়েই যশোলাভ প্রার্থনা নাই। সে প্রার্থনা থাকিলে তাঁহারা আমাদিগকে সমুদায় প্রকাশ্য স্থানে মহা আড়ম্বরের সহিত সর্ব্বাগ্রে উপস্থিত দেখিতে পাইতেন। সর্ব্বদা অপরিজ্ঞাত রূপে অবস্থান করাই আমাদিগের অভিপ্রেত। আমরা যে কিছু কাজ করি কর্ত্তব্য বোধে ও দেশের উন্নতি কামনাতেই করিয়া থাকি, আমাদিগের দ্বিতীয় উদ্দেশ্য নাই।

ব যদি ব্রাহ্মদিগের আন্তরিক ইচ্ছানুসারেই এরূপ হইয়া থাকে, আর যখন বাটীতে ব্রাহ্ম ভিন্ন কেহ ছিল না, তখন কেই বা পত্রপ্রেরক দীন বাবুকে "প্রিয়তম" সম্বোধনে পূজার সংবাদ দিতে আসিবে। এরূপ স্পষ্ট মিথ্যা অপবাদ রটনা করিয়া কেশব বাবুর নির্ম্মল অকপট চরিত্রে দোষারোপ করিবার অভিসন্ধি ভিন্ন আর কিছুই প্রতীয়মান হয় না। অনেক ভাবিয়া দীন বাবু বৈরনির্য্যাতনের উত্তম উপায় আবিষ্কৃত করিয়াছেন। এই তো চাই। নানা স্থানে নানা প্রকার আবিষ্ক্রিয়া হইতেছে, বাঙ্গলাদেশে কি কোন আবিষ্ক্রিয়াই হইবে না।

দীন বাবু লিখিয়াছেন যে "সেখানে (কেশব বাবুর বাটীতে) 'আয়ু দেও শ্রী দেও' প্রার্থনা শুনিলাম" কিন্তু "জাতকর্ম্ম" পুস্তক খানিতে তো ইহার বিন্দু বিসর্গও দৃষ্ট হইল না। যদি মুদ্রাঙ্কনের সময় দেবেন্দ্র বাবু বা কেশব বাবু পাঠও করিয়া থাকেন, আর দীন বাবু জাতকর্ম্মে উপস্থিত ছিলেন, তাঁহারা ত টীকার কিছুই শুনেন নাই। "আশীর্ব্বাদ দেব" এক স্থানে আছে "তিনি (জগদীশ্বর) যেমন গর্ভে এই শিশুকে আপন ক্রোড়ে রক্ষা করিয়াছিলেন, ও তৎপরে যেমন স্বয়ং ধাত্রী হইয়া ইহার প্রসব ক্রিয়া সম্পন্ন করিয়াছিলেন, তেমনি তিনি মাতার ন্যায় ইহাকে সর্ব্বদা রক্ষা করুন, ইহাকে ক্রমে শ্রী, সৌন্দর্য্য ও সাধুগুণে বিভূষিত করুন"। বোধ হয় দীন বাবু ইহাকেই "আয়ু দেও শ্রী দেও" শব্দে ব্যাখ্যা করিয়াছেন। কি কৌতুকের বিষয়! প্রিয়বর! বিবেচনা করিয়া দেখুন, সেই মঙ্গলময়ের মঙ্গল কার্য্য দেখিয়া যখন প্রার্থনাকারী মনোদ্বার উদ্ঘাটিত করিয়া প্রার্থনা করেন, তখন এরূপ প্রার্থনা সহজে নির্গত হয় কি না। স্পষ্টই দেখিতেছি যে জগদীশ সকলকেই সর্ব্বদা মেহভরে রক্ষা করিতেছেন, এবং তাঁহাদিগের মঙ্গল সাধনে যত্নবান রহিয়াছেন যখন ত তাঁহাদের সাধুভাবের বৃদ্ধি হয় তাহাই বাঞ্ছা করিতেছেন, তখন যে তিনি শিশুকে রক্ষা করিবেন ও তাহাকে শ্রীমান্ করিয়া তাহার সাধুভাব প্রস্ফুটিত করিবেন তাহার আর সন্দেহ কি? শরীর যতই দৃঢ় হয়, যতই প্রফুল্ল হয় মনও তত উন্নত ও তত ধর্ম্ম পথে অগ্রসর হইতে সমর্থ হয়। রুগ্ন, অন্ধ, বধির, খঞ্জ, পঙ্গু ব্যক্তি যত দূর অধ্যবসায়শালী হইয়া ধর্ম্মপথে অগ্রসর হইতে পারেন, বলিষ্ঠ, বলিষ্ঠ, সর্ব্বাঙ্গ সৌষ্ঠব বিশিষ্ট ব্যক্তি চেষ্টা করিলে তাহা অপেক্ষা অধিক দূর অগ্রসর হইতে পারিবেন, ইহা তো এক প্রকার নির্দ্ধারিতই আছে, তবে পূর্ব্ব এপ্রকার প্রার্থনায় হানি কি। প্রার্থনাবিদ্বেষীদিগের নিকট "প্রার্থনা, সকলই তো অপ্রার্থনা, যে তাহাদিগের অপ্রীতিকর হইবে তাহাতে আশ্চর্য্য কি? কিন্তু তাহ, দক্ষিণাই প্রার্থনা, বিরোধিদিগের মিথ্যা কথা প্রচার বর্ত্তব্য নহে। যাহা হউক এরূপ কার্য্যে দীন বাবুর কোন স্বার্থ সাধন হইবে না বরং এজন্য তিনি সাধু সমাজে দূষিত হইবেন। প্রিয়বর সম্পাদক! সাধু ব্যক্তির অকপট চরিত্রে অকারণে দোষারোপ দেখিয়া দুঃখিতান্তঃকরণে এত লিখিলাম এজন্য বিরক্ত না হইয়া ভবদীয় বিখ্যাত সোমপ্রকাশে এই ক্ষুদ্র পত্র খানি প্রকাশ করিয়া বাধিত করিবেন।

কলিকাতা } শ্রীকার্ত্তিক বাধা
২ ফেব্রুয়ারি } শ্রীঅনায়সহনাক্ষমসা

প্রাপ্য মূল্য।

নিম্ন লিখিত মহাশয় গ্রাহকগণের এপর্য্যন্ত মূল্য মাঘ মাসে নিঃশেষিত হইয়াছে।

শ্রীযুক্ত বাবু বৃন্দাবনচন্দ্র রায় বর্দ্ধমান
নলিতাম বাজি

" রাজা কালীপ্রসন্ন দাস গজেন্দ্র মহাপাত্র জমীদার মেদিনীপুর গড়বেতাই

" নাটোর পুস্তকালয়ের সম্পাদক নাটোর

" যোগেন্দ্রচন্দ্র সিকদার ফরিদপুর

" শ্যামাকান্ত চৌধুরী ঢাকা

" হুং বয়াল সিংহ মুরশিদাবাদ

" হরিকৃষ্ণ মল্লিক জেলা নদীয়া মেহেরপুর

" গোকুলনাথ গুহ বহরমপুর সৈয়দাবাদ

" ভুবনমোহন চৌধুরী পূর্ব্ব কাছাড়

" রূপনারায়ণ দাস বিরাটি যুগমালা
ইংরাজী স্কুল

প্রাপ্তমূল্য

শ্রীযুক্ত বাবু মতিলাল মৈত্র শান্তিপুর
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত ৫ টাকা

" " গোবিন্দচন্দ্র বসু শান্তিপুর
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত ৫ ঐ

" " নন্দলাল চট্টোপাধ্যায়
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত ৬৸৹

" " রাজীবলোচন রায় কলিকাতা
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত ১০
নর্ম্মাল স্কুল কলিকাতা

১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত ১০
সংবাদ পত্রিকা গ্রহণ প্রবর্ত্তক সভা। কৃষ্ণপুর

১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত ৫॥

" " দুর্গানারায়ণ বন্দ্যোপাধ্যায় বর্দ্ধি

১২৬৯ আষাঢ় হইতে অগ্রহায়ণ পর্য্যন্ত ৫॥

" " দ্বারকানাথ বসু বলীমারী

১২৬৯ কার্ত্তিক হইতে চৈত্র পর্য্যন্ত ৫

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটি বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে মফঃস্বলে সোমপ্রকাশ প্রেরণ করা যায় না।

ইহার অগ্রিম মূল্য বার্ষিক ১০ এবং ষাণ্মাসিক ৫॥ টাকা, ডাক মাশুল মূল্যে লওয়া যায় না।

যাঁহারা সোমপ্রকাশের মূল্য ষ্ট্যাম্প টিকিট পাঠান তাঁহারা এক অথবা আধ আনার অধিক মূল্যের ও রসীদের টিকিট না প্রেরণ করেন।

যখন যিনি মফঃস্বল হইতে সোমপ্রকাশের মূল্য পাঠাইবেন তাহা যেন রেজিষ্টারি করিয়া দেন।

পূর্ব্বপ্রদত্ত মূল্যের কাল অতীত হইলে মূল্য পাঠাইতে কেহ যেন অনর্থক বিলম্ব না করেন।

যাঁহাদিগের মূল্য দিবার সময় অতীত হইয়া যাইবে, সপ্তাহমত সময় প্রতীক্ষা করিয়া প্রথমে সোমপ্রকাশে প্রচার করিয়া তাহার পর চিঠি লিখিয়া জানান হইবে, যদি তাহাতে কোন উত্তর অথবা মূল্য না পাওয়া যায় কাগজ বন্ধ হইবে। মূল্যের নিমিত্ত চিঠি বেয়ারিং পাঠান হইবে। কলিকাতা সংস্কৃত কালেজে আমাদিগের নামে চিঠি আসিলে আমরা শীঘ্র পাইব।

যাঁহার যখন সোমপ্রকাশ পরিত্যাগ করিবার ইচ্ছা হইবে চিঠি লিখিয়া না জানাইলে তাহা গ্রাহ্য করা যাইবে না।

কেহ সোমপ্রকাশে বিজ্ঞাপন দিতে ইচ্ছা করিলে তাঁহাকে প্রথম বার প্রতি পংক্তি ৵৹ আনা দ্বিতীয় বার ⁄১০ আনা তৃতীয় বার ⁄৹ আনা দিতে হইবে। তাহার পর ১২॥০ টাকা কমিসন বাদ দেওয়া যাইবে।

মফঃস্বলের যাঁহারা সমর্থ হইবেন, তাঁহাদিগের স্বতন্ত্র ডাকমাশুল দিতে হইবে।

এই পত্র কলিকাতার পূর্ব্ব বাঙ্গলা রেলওয়ের সোনাপুর ষ্টেসনের দক্ষিণ চাঙ্গড়িপোতার শ্রীদ্বারকানাথ বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

" প্রবর্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাম্। "

৫ ভাগ। ১৫ সংখ্যা। { সন ১২৬৯। ১২ই ফাল্গুন। ইং ১৮৬৩। ২৩ ফেব্রুয়ারি। } মাসিক মূল্য ৮ আনা। বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশের অবয়ব বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞাপন।

আজি অবধি সোমপ্রকাশের আর এক ...ম। বৃদ্ধি হইল। অতঃপর যাঁহারা বাঙ্গা...নর মূল্য দান করিবেন, তাঁহাদিগকে এ... ...াকে ... দিতে হইবে, বার্ষিক অ...গ্রিম মূল্য ১০ টাকা। অপরিবর্তিত রহিল ...অঞ্চলের গ্রাহকদিগকে স্বতন্ত্র ডাক মাশুল ...দিতে হইবে। বার্ষিক ডাক মাশুল ২।০ করা, ...কিন্তু যাঁহারা মূল্য প্রেরণ সংক্রান্ত চিঠি...র ...রেজিষ্টরী করিয়া ...ন, তাঁহারা তাহার মাশু... চারি ...আনা) বাদ পাঠাইবেন। যাঁহারা স্বতন্ত্র ডাক মাশুল দিতে অসমর্থ হইবেন, আনা...রেস আমাদিগের অবগত হইলে তাঁহা...দিগকে মাশুল দিতে হইবে না।

বিজ্ঞাপন।

ফরিদপুর জিলার অন্তঃপাতী ...টকেমারি ...দেবেন্দ্রপুর নামে যে পত্তনি তালুক আছে, তাহা দরপত্তনি দেওয়া অথবা বিক্রয় করা যাইবে। যাঁহার সেই তালুক দরপত্তনি লই...তে অথবা ক্রয় করিবার ইচ্ছা থাকে, তিনি কলিকাতার ...ডন ফিনর কোম্পানির নিক...ট আবেদন করিলে সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিবেন।

বিজ্ঞাপন।

পোর্টরুল।

অর্থাৎ জলপথে কলিকাতার সীমামধ্যে যাতায়াতের নিয়ম।

সরকার বাহাদুরের হুকুমানুসারে সর্ব সাধারণকে ... জানান যাইতেছে যে আগা...

তারিখ অবধি স্লুপ, জাহাজ, বালবোট, ফড়, বজরা, এবং উপর মুল্লুকের নৌকা সকল এই হুগলি নদীতে রাত্রিযোগে কলিকাতা সীমা মধ্যে যাতায়াতকালীন সম্মুখে লাণ্ঠনের ভিতর আলো রাখিবেক অর্থাৎ যেখানে রাখিলে দূর হইতে স্পষ্ট দৃষ্টি হয়, যদ্যপি উক্ত নিয়মের অন্যথা করে তবে একশত টাকা (১০০) জরিমানা দিতে হইবেক।

১৮৬৩।

জলপথে প্রবেশের নিয়ম কর্তা

কলিকাতা।

বিজ্ঞাপন।

রামবাবু, ৺ ঠাকুর, রাম নৃসিংহ, গোঁর কবিরাজ, নিত্যানন্দ বৈরাগী, কৃষ্ণমোহন ভট্টাচার্য প্রভৃতি প্রাচীন কবিওয়ালাদিগের উত্তম উত্তম গানগুলি সংগৃহীত ও একত্রিত করিয়া মুদ্রিত করা গিয়াছে। পুস্তকের মূল্য ১ এক টাকা মাত্র

কলিকাতা

সংবাদপ্রভাকর ষ্ট্রীট ১ নং বাটী।

শ্রীকৃষ্ণগোপাল চট্টোপাধ্যায় এবং কোং

বিজ্ঞাপন।

কৌন্সিলের বর্ণেকিউলর এডুকেশন সোসাইটির যে সকল পুস্তক, বাইবল ডিপজিটরিতে শ্রীযুক্ত মরাল সাহেবের ... ১৭ টাকা কমিশনে বিক্রয় হইত, সম্প্রতি ঐ সকল পুস্তক কলিকাতা মির্জাপুর এমহর্ষ্ট ষ্ট্রীট ২১ নম্বর মিসনাফুলে শ্রীযুক্ত এফ গ্রেনিল সাহেবের ... ট্রী ... ...

...নাথ গুপ্তবীর দোকানে ... কমিশনে বাদে বিক্রয় হইতেছে ...

...য়, মার্চ ...

সেক্রেটারি।

সোমপ্রকাশ।

১৬ই সোমবার।

...কৌন্সিলের ব্যবস্থাপক সভার ... বিবরণ ... হইল, বাবু ... ঠাকুরের ... পদে ... যাছেন, প্রথম কে ... হইবে তাঁহা... ...ভাবনা থাকে, তিনি পূর্ব... ...লে সাধা... সভা ... তাঁহার বক্তৃতা শ্রবণ করিলেন ... হউন, অব। তাঁহার প্রতিনিধি ... র উপস্থিত হইয়া বক্তব্য বাক্য ... পারিবেন। ব্যবস্থাপক সভার সৃষ্টি ... অবধি উহা সভ্য ব্যতিরিক্ত ... শ্রবণের দ্বার রুদ্ধ করিয়া রাখিয়াছিলেন। ... সেই দ্বার উদ্ঘাটিত হইবার উপক্রম হইতেছে। যখন যে বিষয় নূতন হয়, এককালে তাহার সমুদায় দোষ সংশোধিত হয় না, ক্রমেই শোধিত হইয়া থাকে।

বাঙ্গালি পত্র আমাদিগের বড় প্রীতিকর সম্বাদ দিতে আরম্ভ করিয়াছেন। ... তিনি শুনিয়াছেন, সদর ... ...স্থিত কর্মচারিদিগের হস্তেই ... রাজকার্য্যভার সমর্পণ ক... ...রিয়াছে ...

এদেশীয়দিগের ভাগ অধিক হইবে। এ সমাচারটী কেবল প্রীতিকর নয়, এদেশের ও গবর্ণমেন্টের সকলেরই শ্রেয়স্কর। ইহা দ্বারা ব্যয়সংক্ষেপ সহকারে এদেশের স বিশেষ শ্রীবৃদ্ধি হইবে সন্দেহ নাই। যখন ভারতবর্ষের আয় ব্যয়ের সমতা বিধান প্র সঙ্গ লইয়া তুমুল আন্দোলন হয়, তৎকালে লার্ড ক্যানিং ব্যয়সংক্ষেপের এই উ পায় উদ্ভাবন করেন। ইহা কেবল ব্যয়সং ক্ষেপের নয়, এদেশীয়দিগের অনুরাগ লাভেরও প্রকৃষ্ট উপায়।

ব্যয়সংক্ষেপ কাল।

চতুর্দ্দিকে যেরূপ জনরব শুনা যাই- তেছে তাহাতে স্পষ্ট বোধ হইতেছে, ভারতবর্ষে নূতন নূতন টাক্সের উদ্ভাবন [illegible] কাল অতীত [illegible] ব্যয়সং [illegible] ব্যয়ের [illegible] এ বিধানবাসি [illegible] হইয়াছে। জগতে যদি একবিধ [illegible] চিরকাল থাকি [illegible], ইহার [illegible] গবর্ণমেন্ট [illegible] অধিক [illegible] করিতেছেন, তাঁহারি [illegible] আবার [illegible] [illegible] কার্য্য নহে? সেই প্রজাক্লেশ [illegible] অর্থ কি কাজে ব্যয়িত হই তেছে, অভিনিবিষ্ট বিবেচনা করিলেও ঐ ক্রম [illegible] প্রতীয়মান হইবে। সেই অর্থ লইয়া [illegible] ও অনাবশ্যক ব্যয় করা হইতেছে। [illegible] পরিবর্ত্ত বিষয়ক জনরব আমাদিগের [illegible] হইতেছে, পাঠকগণ শ্র বণ করিলেই সেই অসঙ্গত ও অনাবশ্যক ব্যয় কি তাহা বুঝিতে পারিবেন।

প্রথম [illegible] এই, গবর্ণমেন্টের সত [illegible] হইয়াছে, তাহা উঠিয়া যাইবে। [illegible] গবর্ণমেন্টকে দ্বিবি [illegible] হইল। এক, যে [illegible] সম্পন্ন হইত, তাহাকে দ্র

দ্রব্য সামগ্রী ক্রয় করিতে ও তাহার তত্ত্বা বধায়ক ও কার্য্যকারকদিগের বেতন দিতে অকারণ কত [illegible] অর্থ নষ্ট হইয়া গেল দ্বিতীয় জনরব, ইনকমটাক্স আফিস, রেবি নিউ বোর্ড, অডিটর জেনরল, সিবিল পে মাষ্টর ও আকাউন্টেন্ট জেনরলের আফি স এবং মিলেটারি ফাইনান্স আফিস উঠি য়া যাইবে। ঐ সকল কর্ম্মচারিদিগের কা র্য্যভার অপর কর্ম্মচারিদিগের হস্তে সমর্পি ত হইবে। যথা— বেঙ্গাল আকাউন্টেন্ট সিবিল পেমাষ্টরের কাজ করিবেন, কি মাশিয়াল ডিপার্টমেন্ট আকাউন্টেন্ট ও অডিটর জেনরলের কার্য্যভার গ্রহণ করি বেন, এবং রেবেনিউ কমিসনর রেবিনিউ বোর্ডের ক্ষমতা প্রাপ্ত হইবেন। মিলিটরি সেক্রেটরির আফিস হইতেই মিলিটরি ফি নান্স আফিসের কার্য্য নির্ব্বাহ হইবে। এবং কলেক্টরদিগের উপরে ইনকমটাক্সের ভার সমর্পিত হইবে। পোষ্ট আফিসের ডা ইরেক্টর জেনরলের পদও [illegible] উঠিয়া যাইবে। ঐ পদগুলি কি এতদিন অকারণ গবর্ণমে ন্টের অর্থরাশি আত্মসাৎ করে নাই।

সরচার্লস উডের অভিনন্দন।

আমাদিগের দেশের লোকেরা দেখুন তাঁহারা দীর্ঘসূত্রতা পরিত্যাগ করিয়া অ ভিনন্দন পত্রদান দ্বারা সরচার্লস উডের কার্য্যের অনুমোদন না করিতে করিতে ইংল ণ্ডে অনুমোদন ক্রিয়া সম্পন্ন হইয়াছে। অনেক সময়ে আমরা দেখিতে পাই, এদে শের লোকেরা শ্রীবৃদ্ধিকারিদলের ভ্রূকু [illegible] ভীত হইয়া কর্ত্তব্য সাধনে সাহসী হইতে পারেন না। সরচার্লস উডকে অ ভিনন্দনপত্র দিবার নিমিত্ত বহুদিনাবধি কি আমরা এদেশীয়দিগকে উত্তেজনা ক রিতেছি না - এটী কি ইহাঁদিগের কর্ত্তব্য কাজ নয়? বিদূষণ ও মরন অর্জ্জন করিয়া ইতস্ততঃ দৃষ্টিক্ষেপ করিতে করিতে ইংলণ্ডে [illegible]

[illegible] মাধুর্য্য ও সৌন্দর্য্য ইংলণ্ডীয়েরা [illegible] করিয়া লইলেন। গতসংখ্যা হিন্দুপে [illegible] রটে আমরা ইংলণ্ডের একটি সভার কা [illegible] বিবরণ পাঠ করিয়া অত্যন্ত পরিতোষ লা [illegible] করিয়াছি। সভ্যদিগের উদ্দেশ্য, মনো [illegible] ভাব ও ভারতবর্ষের প্রতি সম্নেহ দৃষ্টি, [illegible] গুলি আমাদিগের অনির্ব্বচনীয় হ [illegible] কারণ হইয়াছে। সম্প্রতি লণ্ডনে সর [illegible] লরেন্স, সর ফ্রেডরিক হালিডে, ব [illegible] নের ভূতপূর্ব্ব কমিসনর ইলিয়ট সা [illegible] কৃষ্ণনগরের মিসনরি সর সাহেব, চর্চ্চ [illegible] নরি সোসাইটির সেক্রেটারি ও আর [illegible] নেক জন ভূতপূর্ব্ব সিবিলিয়ান ও অন্য [illegible] ক এক বাক্য হইয়া কাণ্ট্রাক্ট বিলের প্র [illegible] বাদ করিবার নিমিত্ত এক [illegible] ছিলেন। তাঁহারা সকলেই একমতে [illegible] স্বীকার করিয়াছেন, ঐ আইন অ [illegible] অনিষ্টকর। যে সর জন লরেন্স [illegible] দলের দেবতা স্বরূপ, তিনিই [illegible] এপ্রকার আইন করিলে [illegible] বিদ্রো [illegible] ঘটনা ও ইংরাজদিগের নামে কলঙ্ক র [illegible] হইবে। আরো তিনি স্পষ্ট নির্দ্দেশ করি [illegible] নীলকর প্রভৃতি প্রজাদিগের উপরে [illegible] অত্যাচার করেন, অতএব [illegible] বিধিবদ্ধ করা আবশ্যক হয়, তাহা [illegible] অত্যাচারের সহায়তার জন্য [illegible] প্রজাদিগকে পীড়ন হইতে রক্ষা করি [illegible] জন্য করাই কর্ত্তব্য। কালিডে সাহেব [illegible] পূর্ণরূপে ইহার পোষকতা করিয়া ব [illegible] লেন, ১৮০৫ অব্দ অবধি ১৮৩৫ অব্দ প [illegible] ন্ত এই প্রকার ফৌজদারি দণ্ড বিধা [illegible] করার জন্যের আইন ছিল, কিন্তু ত [illegible] ভয়ানক অত্যাচার হওয়াতে ভারতবর্ষী [illegible] গবর্ণমেন্ট তাহা রহিত করেন। ১ [illegible] অব্দে [illegible] ছয় মাসের জন্য যে [illegible] ইন [illegible], তৎকালে স্পষ্টাক্ষিধানে [illegible] হইয়া [illegible] আইন আর হইবে [illegible] অতএব [illegible] কণ্ট্রাক্ট বিলের [illegible] করাতে ভারতবর্ষী [illegible] কর্ত্তব্য [illegible]

কৃত ও ক্রিয়া ভঙ্গ করা হইয়াছে। অন্য অন্য সভ্যেরাও নীলকরদিগের দেশ ও প্রজাদিগের হিতৈষিতা নিয়েছেন, ইহেৎ করিয়া শেষে এক বাক্যে এই প্রস্তাব করিলেন যে, সর চার্লস উড দুই বার ঐ আইন রহিত করিয়া যথার্থ রাজনীতিজ্ঞতা প্রদর্শন ও ন্যায়ানুমত কার্য্য করিয়াছেন। অতএব তাঁহার কার্য্যের অনুমোদনার্থ তাঁহাকে এক অভিনন্দন পত্র প্রদান করা কর্ত্তব্য। অনন্তর সর জন ল্যরেন্স পুনরায় বলিলেন যদি সর চার্লস উড এ কার্য্য না করিতেন, তাহা হইলে তিনি ভারতবর্ষীয় সেক্রেটারি হইবার যোগ্য হইতেন না। সভ্যেরা সকলেই মুক্তকণ্ঠে কহিলেন, ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট কণ্ট্রাক্ট আইনের প্রস্তাব করিয়া অতিশয় অন্যায় কর্ম্ম করিয়াছেন।

আমাদিগের দেশের লোকেরা যেন এই শুভ সংবাদটি শুনিয়া নিশ্চিন্ত হইয়া পুনরায় সুখশয্যা সেবন করেন না। কণ্ট্রাক্ট বিলের এখনও অন্তিম কাল উপস্থিত হয় নাই। ইহা লইয়া একটি ঘোরতর বাগ্যুদ্ধ হইবার সম্ভাবনা আছে। এক দিকে ম্যাঞ্চেষ্টরের ও ভারতবর্ষের শ্রীবৃদ্ধিকারি দল এবং ইংলণ্ডীয় টোরি দল, অন্য দিগে সর চার্লস উড ও তদীয় দল বদ্ধপরিকর হইবেন। এতদ্দেশীয়দিগের কায়মনোবাক্যে চেষ্টা পাইয়া সর চার্লস উডের দলের বল বৃদ্ধি করা অবশ্য কর্ত্তব্য।

—

হরকরা ও এতদ্দেশীয় জুরি।

এক ব্যক্তি ইংলণ্ডেশ্বরী ভিক্টোরিয়ার প্রাণ বধ করিবার চেষ্টা করিয়া ধৃত হইলে বিচারকালে তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি জন্য রাজ্ঞীর প্রাণ সংহার চেষ্টা করিয়াছিলে? সে অম্লানবদনে বলিল "বিখ্যাত হইবার জন্য।" এইরূপ হরকরার ভূতপূর্ব সম্পাদক কর্ণেল সভরেব এতদ্দেশকে [illegible] চেষ্টা পাইয়া বিখ্যাত হইয়াছিলেন। [illegible] উত্তরাধিকারী ভূতন সম্পাদকও এই পদবীতে পদার্পণ করিয়াছেন। সম্প্রতি এতদ্দেশীয় জুরিদিগের বিপক্ষে হরকরায় এক প্রস্তাব লিখিত হইয়াছে। দেখিয়া আমরা বিস্মিত হইয়াছি।

সম্পাদক প্রথমতঃ ভারতবর্ষীয়দিগের অসভ্যতা, ধর্ম্ম, সমাজ, ও রাজনীতি সংক্রান্ত নিকৃষ্টতার প্রসঙ্গ করিয়া লিখিয়াছেন, "যে বৃক্ষ (জুরি) ইংলণ্ডে জন্মিয়াছে, তাহা ভারতবর্ষে হইতে পারে না; এদেশের লোকেরা যেরূপ ভয়ানক অজ্ঞান তিমিরে আচ্ছন্ন হইয়া আছেন, তাহা কাহার সাধ্য যে দূর করিতে, বরং দর্শন মাত্র হতাশ্বাস হইতে হয়; যখন কোন জাতি সভ্যতা অবস্থা হইতে পতিত হয়, তাহার আর পুনরুত্থানের আর কোন সম্ভাবনা থাকে না।" সম্পাদক যদি যথার্থ রূপে ইতিহাস পাঠ করিয়া থাকেন, তাহা হইলে একটি বিষয় জানিতে পারিবেন, কেহ কখনই অপরকে গালি দিয়া আত্মোৎকর্ষ লাভ করিতে পারেন নাই; তাঁরা কেবল পরাজিত জাতি জেতৃগণকে ঘৃণা করিতে শিক্ষা দেয়। ভারতবর্ষের প্রাচীন সভ্যতাদির বিষয় লইয়া সম্পাদকের সহিত আমাদিগের বৃথা বিতণ্ডার প্রয়োজন নাই। সম্পাদকের প্রতি আমাদিগের এক মাত্র বক্তব্য এই, যে দেশ পূর্ব্বতন উচ্চতম অবস্থা হইতে অধঃপতিত হয়, তাহার পুনরুত্থানের সম্ভাবনা আছে কি না, বর্ত্তমান ইটালিই তাহার নিদর্শন স্থল। তথায় কি সাহিত্য, বিজ্ঞান, বাণিজ্য, ও নানাপ্রকার শিল্প বিদ্যাদি নবীভাব প্রাপ্ত হয় নাই? তথায় কি স্বাধীনতা প্রবৃত্তি বলবতী হয় নাই? গ্রীসের দিকে একবার দৃষ্টি পাত কর, আর এক দৃষ্টান্ত দর্শন করিবে। তবে ভারতবর্ষের পূর্ব্বাবস্থা লাভ অথবা তদপেক্ষা অধিকতর উন্নতি লাভের বাধা কি? হরকরা সম্পাদক বলেন সম্পূর্ণ বাধা আছে। শ্রীবৃদ্ধিকারিদল কি সেই বাধা? গবর্ণমেণ্ট যদি এদেশীয়দিগের শিক্ষক না হয় [illegible] না হয়েন [illegible] ঐ বাধা

[illegible] জুরির [illegible] এতদ্দেশীয় [illegible] উপায়, [illegible] লোককে [illegible] যে পারেন নাই। [illegible] এক জন [illegible] এতদ্দেশীয়দিগের [illegible] এক জুরি [illegible] দুর্নাম করিয়াছেন [illegible] আমাদিগের [illegible] পারি করিয়া অবশ্যই [illegible] জুরিদিগের [illegible] সম্পাদক কি [illegible] ইউরোপীয় [illegible] নীয় জুরির পক্ষ [illegible] তখন কেহই তাহার প্রতিবাদ [illegible] করেন নাই, বরং তাহাই [illegible] তখন তাহাকে অধিক বলা অনাবশ্যক [illegible] হরকরা বাঙ্গালি জুরিদিগকে গালি দি[illegible] উক্ত জুরিদিগের দোষ [illegible] দিবার চেষ্টা পাইয়াছেন? কি এ [illegible] লজ্জা নয়! কিন্তু ক্ষোভের বিষয় এই, [illegible] আর এ বিদ্যা স্ফূর্ত্তি পাইবার সম্ভাবনা নাই। এখন আর সে বাঙ্গালি নাই, সে [illegible] মেন্ট নাই, সে সিবিল সর্ব্বিস [illegible] এখন হরকরা ও ইংলিসম্যান [illegible]

তাঁহাদিগের অধীনে থাকে, তুর্কীরা ক্রমশ লোক অল্প হইবেন।

ভারতবর্ষে লোক সংখ্যার প্রস্তাব ও আবশ্যকতা।

সম্প্রতি বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা কৃত উৎকৃষ্ট আইনের পাণ্ডুলেখ্য করিয়াছেন। কলিকাতার লোক সংখ্যা করা তাহার উদ্দেশ্য। আমরা আহ্লাদিত হইলাম, বোম্বাই গবর্ণমেণ্টও শীঘ্র এই রূপ এক বিল তত্রত্য ব্যবস্থাপক সভায় অর্পণ করিবেন। মধ্যে মধ্যে লোক সংখ্যা করা অতি আবশ্যক। ইহা দ্বারা দেশের সভ্যতা বৃদ্ধি ও সমৃদ্ধিতার বিষয় বিশেষ রূপে অবগত হওয়া যায়। মনুষ্যের আদিম অবস্থায় বুদ্ধি যত হউক সত্যো অত্যল্প লোকের বাস থাকে, সভ্যতা ও তাহার সহিত সমৃদ্ধি ও ঐশ্বর্য্যের যত উন্নতি হয়, ক্রমশঃ সর্ব্বত্র স্থানে অধিক লোকের বসতি হইয়া উঠে। চীনদেশ সর্ব্বাপেক্ষা অধিক লোক, তথাও ঐ প্রস্তাও, অল্প নহে। সম্প্রতি ইউরোপ খণ্ডে এত লোক বৃদ্ধি হইয়াছে যে প্রতিবৎসর গড়ে বিংশতি লক্ষ লোক তথা হইতে ভিন্ন ভিন্ন দেশে গমন করিয়া উপনিবেশ করিতেছে। সভ্যতার সহিত লোক বৃদ্ধির এত ঐক্য, সমস্ত যে সে দিবস সভাপতি লিঙ্কন মহাসভায় বক্তৃতা কালে বলিয়াছেন, ইউনাইটেড ষ্টেটসে গণনায় আড়াই কোটি লোক ছিল, তিনি অনুমান করেন, এই ঊনবিংশ শতাব্দী মধ্যে দশ কোটি পারিবে।

মধ্যে মধ্যে লোক সংখ্যা করা যাবতীয় সভ্য গবর্ণমেণ্টের কর্ত্তব্য। পৃথিবীর ইতিহাস আরম্ভ হইবার পর অবধি প্রথমে সেকেন্দরকে লোক সংখ্যা করিতে দেখিতে পাওয়া যায়। কিন্তু মিসর দেশে ইহুদি জাতি, তৎপরে অনেকেই এ বিষয়ে প্রবৃত্ত হন। আলেকজণ্ডর ঐ বিষয়ে চেষ্টা পাইয়াছিলেন, কিন্তু দুর্ভাগ্য বশতঃ তাঁহার অকালে মৃত্যু হওয়াতে তিনি এই অভীষ্ট সিদ্ধ করিতে সমর্থ হন নাই। রোমকেরা এবিষয়ে সর্ব্বাধিক অনুরক্ত ছিলেন। লোক সংখ্যা তাঁহা শ্রেণী বিভাগাদি তাঁহাদিগের শাসন কার্য্যের সহিত গ্রথিত ছিল। তাঁহাদিগের সেন্সর বলিয়া এক জন কর্মচারী ছিলেন, লোক সংখ্যা করা তাঁহার এক প্রধান কর্ত্তব্য কর্ম ছিল। রোমীয় সাম্রাজ্য বিনষ্ট হইলে পর কয়েক শতাব্দী পর্য্যন্ত ঐ প্রথা বন্ধ হইয়া গিয়াছিল। পশ্চাৎ আমেরিকা আবিষ্কৃত হইলে যখন সহস্র সহস্র লোক ঐ খণ্ডে বাসার্থী হইয়া গমন করিতে লাগিলেন তৎকালে ইউরোপীয় রাজগণ লোক সংখ্যা করা আবশ্যক বোধ করিলেন। সেই অবধি এপর্য্যন্ত ঐ খণ্ডে এই প্রথা অবিশ্রান্ত দৃষ্ট হইতেছে। ইহার দ্বারা দেশের ধন, শিল্প বাণিজ্য, এবং সমাজ, ধর্মনীতি ও রাজনীতি সংক্রান্ত উন্নতির বিষয় সুন্দররূপে জানিতে পারা যায়। ফ্রান্স ও আয়ারলণ্ডের গত লোক গণনায় জানা গিয়াছে, তথায় নিম্ন শ্রেণীস্থ লোকদিগের মধ্যে অধিক সংখ্যা আরক। ফ্রান্সে ধর্মনীতিবর্দ্ধনের তাদৃশ দার্ঢ্য না থাকাতে অন্য অন্য দেশ অপেক্ষা তথায় লোক অল্প জন্মিতেছে। সম্রাট এই নিমিত্ত কৃষক ও শ্রমজীবি লোকের শিক্ষাদান কার্য্যে সমধিক যত্নশীল হইয়াছেন।

যে লোক সংখ্যায় এত উপকার করিতা শক্তি আছে, ভারতবর্ষে নিয়মিতরূপে তাহা সম্পন্ন হইতেছে না, বড় ক্ষোভের বিষয়। যখন এদেশ হইতে প্রতিবৎসর সহস্র সহস্র শ্রমজীবি ব্যক্তিকে নানা উপনিবেশে প্রেরণ করা হইতেছে; যখন প্রতিবৎসর নানা প্রকার পীড়ায় অধিক সংখ্যক লোকের [illegible] এদেশে পুনরায় প্রাদুর্ভূত হইয়াছে, লোক সংখ্যা করা নিতান্ত কর্ত্তব্য ন... নাই। তাহা হইলে কেবল দেশের ... ও অবস্থা উত্তমরূপ জানা যাইতে পারি... এরূপ নয়, গবর্ণমেণ্টেরও শাসন ও ব্য... পন কার্য্যে সবিশেষ অনুকূ। লাভ ... বে। আর একটা এই বিশেষ লাভ হই... যদি কোন প্রদেশে অনুন্নতি লক্ষিত ... সভ্য গবর্ণমেণ্টের আশা হইতেই তা... কারণানুসন্ধান করিয়া তৎপ্রতীকার চে... জন্মিবে। তন্নিমিত্ত আমরা এই প্রস্তাব ... তেছি স্থানীয় ব্যবস্থাপক সভায় না হইয়া ... ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভায় এ বিষয়ের ... বিল হয় এবং কেবল ম্যাজিষ্ট্রেট ও ... র উপর নির্ভর না করিয়া কয়েক ... যোগ্য কমিসনর নিয়োজিত হন, লোক ... খ্যা কালে তাহাদিগের ব্যবসায়াদি বি... এবং পূর্ব্ব অবস্থার সহিত তারতম্য করি... অবস্থায় উৎকর্ষ ও অপকর্ষের বিষয়টি... শেষ রূপে নির্ণয় করা আবশ্যক।

গুরুট্ পিকাল।

এই শিরোনামের একখানি প্রাপ্ত ... গতবারের সোমপ্রকাশে প্রচারিত হ... ছে। এবিষয়ে আমাদিগের কিছু কি... কর্ত্তব্য আছে। তদর্থ অদ্য পুনরায় এবি... র প্রসঙ্গ উপস্থিত করা গেল। এক্ষে... সমাজ শরীর ও রাজনীতি সংক্রান্ত উ... ন্নিত বিশুদ্ধ বিদ্যার বাহুল্য রূপে অ... লন ব্যতিরেকে সম্পন্ন হইবার সম্ভা... নাই, একথা কেবল সাধারণে নয় ... মেণ্টও স্বীকার করিয়াছেন। এই নিমি... বিদ্যানুশীলন বিষয়ে অধিকতর যত্ন ও... নুরাগ দৃষ্ট হইতেছে। এই নিমিত্তই ... সাহেব ভারতবর্ষের শিক্ষা কার্য্যে ... লক্ষের পরিবর্ত্তে ৫০ লক্ষ টাকা দিব... স্তাব করেন। কিন্তু আক্ষেপের বিষয় ... [illegible] যে এক একটি ... [illegible]

[illegible]

…বিদ্যাশিক্ষার জন্য ১৩ লক্ষ টাকা দেওয়া হইয়াছে। বঙ্গদেশীয় গবর্ণমেণ্ট তন্মধ্যে … পল্লীগ্রামস্থ …বিদ্যালয়ের জন্য …০,০০০ টাকা দিয়াছেন। … ২০,০০০ করিয়া দেওয়া হইয়াছে। উহার মধ্য হইতে বিশেষ … স্কুলের জন্য ৪০০ টাকা দেওয়া … ১০০ টাকা … ব্যয় দেওয়া হই… । বর্দ্ধমান, ও কৃষ্ণনগরে দুটি নর্মাল বি… স্থাপিত হইয়াছে। যশোহরেও একটী হই… চলিয়াছে। এই সকল বিদ্যালয়ের … ১৮০ টাকা ব্যয় হইবে। … গুরুমহাশয়েরা পাঁচ টাকা বৃত্তি পাইয়া এক বৎসর কাল এই সকল বিদ্যা… অধ্যয়ন করিয়া পুনর্ব্বার শিক্ষকতা কার্য্যে নিয়োজিত হইবেন। কৃষক প্রভৃতি … শ্রেণীস্থ লোকদিগকে কিছু কিছু শিক্ষা দেওয়াই গবর্ণমেণ্টের অভিপ্রেত, … এই আরম্ভ হইয়াছে।

গবর্ণমেণ্ট এই যে চেষ্টা করিতেছেন, …হা উচিত চেষ্টা হইতেছে কি না? এতদ্বি… যে ব্যয় হইবে, তাহার অনুরূপ ফল … হইবে কি না? বিবেচনা করিয়া … অধিকতর উপকার দর্শিত কি না? … গুরুমহাশয়দিগকে এক বৎসর শিক্ষা দিয়া … তাহাদিগের দ্বারা দেশের শ্রীবৃদ্ধি সাধন … সম্ভাবনা পাইতে পারে কি না? অগ্রে … প্রশ্ন উপস্থিত হইতেছে। এখন … সকলে অবিসম্বাদ… বলিয়াছিলেন, প্রাচীনতন্ত্রের … দ্বারা প্রকৃত শিক্ষাদান … সম্পাদন সম্ভাবিত নয়। আজিও সে … অন্যথা হয় নাই। সে সংস্কার

… হইয়াছে। অনেক … তাঁহারা একণে … শিক্ষা পাঠ করাইতে থাকুন, … গুরুমহাশয়দিগের … প্রণালীতে শিক্ষা করিবার সম্ভাবনা নাই। … চিরকাল … নিয়মানুসারে … শিখিয়াই বাঙ্গালা বিদ্যায় সুপণ্ডিত হইল, তাঁ… হাদিগের … শিক্ষা … কি? … স্কুলের এরূপ কোন উৎকৃষ্ট শক্তি নাই যে … এ… কার্য্য … স্থান … হইবে।

আমরা একটী চমৎকার দেখিতেছি; … শ্রীবৃদ্ধি সাধন চেষ্টা এরূপ করিয়াছে বটে, কিন্তু এক একটী … সঙ্গে আছে, যেখানে … শ্রীবৃদ্ধি … বাধা জন্মিতেছে এরূপ স্থলে, অনেক চেষ্টা বিফল হই… থাকে। আমাদিগের গবর্ণমেণ্টও … স্কুল … সম্বন্ধে … পতিত হইয়াছেন। … অধিক লোককে শিক্ষা দিবেন বলিয়া যে তাঁহাদিগের এক ইচ্ছা হইয়াছে, তাহাই তাঁহাদিগের এ … মের মূল। … নিবন্ধনই তাঁহারা বুঝিতে পারিতেছেন না যে তাঁহাদিগের চেষ্টা বিফল অথবা অল্প ফল প্রসব কারিণী হইবে। ঐ ৩০০০০ টাকা … কার্য্যে অথবা নর্মাল স্কুলে ব্যয়িত হইলে অধিকতর উপকার দর্শিত সন্দেহ নাই। এখন দিন দিন দেখা যাইতেছে গুরুমহাশয়দিগের প্রতি লোকের বিরাগ জন্মিতেছে, সেই বিরাগ কালে আমাদিগের … পুরুষেরা অর্থ ব্যয় করিয়া সেই … দলের সংখ্যা বৃদ্ধি করিতে চলিলেন।

কৃষক প্রভৃতি ইতর লোকদিগকে কিছু কিছু শিক্ষা দেওয়া যদি গবর্ণমেণ্টের

… উদ্দেশ্য হইতো … পাঠশালা … কি … শিক্ষা … কার্য্য … গবর্ণমেণ্টের অভিপ্রেত … কর … গুরুমহাশয়দিগের … হইতে পারে না? … স্বীকার কেন?

… এ আরম্ভ … নাই। … মহাশয়দিগের … দেশের শ্রীবৃদ্ধি … পুরুষেরা … কি, … হইবে … শিক্ষা দিতে, … শিক্ষা … হইল, এই বলিয়া … প্রধান … লোকদিগকে সুশিক্ষা দেওয়া আবশ্যক। কিন্তু যদি … মহাশয়দিগের নিকটে শিক্ষা আরম্ভ … উপক্রমেই সেই সুশিক্ষার … হইবে। এক বৎসর শিক্ষা … গুরুমহাশয়দিগের চরিত্রে … হইবার সম্ভাবনা … শিক্ষকে …

[illegible]

[illegible] শিক্ষা [illegible] হইয়া [illegible]। [illegible] দূর না [illegible] [illegible] এ-[illegible] নির্দ্দেশ করিয়া [illegible] [illegible] সম্ভব হইয়াই [illegible] করিতে [illegible] চেষ্টা পাইবেন। [illegible]

[illegible] গবর্ণমেণ্টের অ[illegible] [illegible] বিষয় সকে[illegible] শিক্ষা সংক্রান্ত কার্য্যের [illegible] [illegible] প্রকাশ করি[illegible] [illegible] স্কুলে অধিকশিক্ষা দি[illegible] [illegible] নাই; অধিক শিক্ষা হইলে [illegible] [illegible] সম্ভাবনা নাই [illegible] [illegible] শিক্ষক [illegible] [illegible] [illegible] শিক্ষা [illegible] [illegible] শিক্ষা দান [illegible] [illegible] [illegible]। আমরা গবর্ণমেণ্টের [illegible] বিষয়ে যে সংশয় করিতেছিলাম, [illegible] তাহা সমূলক বলিয়া প্রতীয়মান হইতে [illegible]? ভারতবর্ষে গবর্ণমেণ্টের ৪৩ কোটি [illegible] হইতেছে, তাহার মধ্য হইতে অর্দ্ধ [illegible] টাকা [illegible] শিক্ষা কার্য্যে নিবার [illegible] হইয়াছে। ইহা গবর্ণমেণ্টের কি [illegible] কেবল [illegible]? [illegible] [illegible] পারেন, [illegible] [illegible] কি তাহা [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] আমরা আর [illegible] [illegible] পারি, কিন্তু শিক্ষা [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]।

[illegible] কিন্তু [illegible] [illegible] প্রকাশ করিয়াছি, [illegible] [illegible] [illegible] আমরা [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] করিয়াছি; [illegible] [illegible] [illegible] [illegible] মনে করি [illegible] [illegible] [illegible] এই, এদেশের স্ত্রী ও [illegible] সুশিক্ষা সংক্রান্ত [illegible], [illegible] না হইবে, তাবৎ [illegible] [illegible] [illegible] সম্ভাবনা নাই। গবর্ণমেণ্ট [illegible] লোকের শিক্ষার্থে [illegible] [illegible] [illegible] [illegible] করিতেছেন; [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] হইবে, এই [illegible] [illegible] [illegible] [illegible] চালাইবার [illegible] কার্য্যে গবর্ণমেণ্টকে [illegible] করিতে হইবে। আমরা যে উপায় কহিয়া দিতে [illegible] গবর্ণমেণ্ট [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] পাঠাইয়া দিন; [illegible] এক আনার অধিক [illegible] [illegible] [illegible] [illegible] নিয়ম করুন; [illegible] [illegible] যে কিছু [illegible] করিতে হইবে গবর্ণ[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] কিছু কিছু পারিতোষিক দিতেও হইবে। এই রূপে [illegible] [illegible] [illegible] অর্দ্ধ [illegible] [illegible] হইলে [illegible] [illegible] হইবে। [illegible] মফঃস্বলে [illegible] শিক্ষানুরাগ প্রবেশ করে নাই, [illegible] ব্যক্তিদিগ[illegible] কে অনুরক্ত করিবার নিমিত্ত অর্দ্ধ লোক [illegible] কি এক মাত্র উৎকৃষ্ট উপায় নয়? [illegible] গবর্ণমেণ্ট ইহার [illegible] [illegible]। কলিকাতা সংস্কৃত, মেডিক্যাল ও [illegible] কালেজে প্রথম প্রথম অর্দ্ধ লোক [illegible] [illegible] করিয়া কি গবর্ণমেণ্ট [illegible] [illegible] হইয়াছিলেন? [illegible] মেডিক্যাল কালেজের [illegible] [illegible] অর্দ্ধ লোক [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] শিক্ষা [illegible] [illegible] [illegible] [illegible] করা হইয়াছে। [illegible] [illegible] [illegible] [illegible] বাবু [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] শিক্ষা দিতে হইবে; এ[illegible] [illegible] [illegible] কার্য্য [illegible], [illegible] [illegible] [illegible] [illegible] শিক্ষা দিতে হইবে। এই রূপে [illegible] [illegible] [illegible] ও [illegible] [illegible] যদি শিক্ষার [illegible] [illegible] পায়, তবেই [illegible] [illegible] [illegible] হইয়া অধিক শিক্ষার চেষ্টা পাই[illegible] যে সন্দেহ নাই, তখন গবর্ণমেণ্ট [illegible] [illegible] [illegible] পাইবেন। আমরা যে উপায়ের [illegible] করিলাম, ইহাতে গবর্ণমেণ্টের অ[illegible] [illegible] ব্যয় সম্ভাবনাও নাই।

[illegible] [illegible] [illegible] [illegible]দিগের পক্ষ সমর্থন।

ইণ্ডিয়ান মিরর [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] উক্ত [illegible] পক্ষ সমর্থনে প্রবৃত্ত হইয়া[illegible]। [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ব্যক্তিকে [illegible] দিন, এ [illegible] [illegible] [illegible] হইল। [illegible]! সম্পাদক [illegible] যে (যাহার অপর পর্য্যায় [illegible]) [illegible] [illegible] বলিয়াছেন। এ বিষয়ে [illegible] প্রকা[illegible] অনেক লেখা হইয়াছে, [illegible] এ বিষয়ে আমাদিগের [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] নাই। [illegible] [illegible] [illegible] এই বিষয়ের পুনঃ পুনঃ [illegible] করিয়াছেন এবং ইণ্ডিয়ান মিরর [illegible] [illegible] আমাদিগের [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

...হইতে পারিতেছি না। যাঁহাদিগের প্রার্থনায় ...সংখ্যা আছে, অনেক সময়ে তাঁহাদিগের মত ...আবশ্যক হয়, উহা দ্বারা ব্রাহ্ম ধর্ম্মের অত ...হইবারও সম্ভাবনা নাই, তবে কেন আ...মরা ইহার বিরোধী হইব? তবে যদি আমরা এ...রূপ বুঝিতাম যে ব্রাহ্মেরা প্রাচীন কালের গ্রী...কীয় ও রোমীয় পুরোহিতদিগের ন্যায় জুপিটর প্রভৃতির নিকটে প্রার্থনা বা অপরের শুভা...নুষ্ঠান সম্পাদনের ছল করিয়া আপনাদিগের অ...ভীষ্ট সাধন করিতেছেন, তাহা হইলে আমরা প্রার্থনা বিরোধী হইয়া লেখনীকে নিরন্তর শা...ণিত করিয়া রাখিতাম। যাহা হউক, আমাদি...গের আন্তরিক কোনো বিষয় এই হইতে..., আমরা যত্নতর চেষ্টা পাইলাম, কিন্তু অনুষ্ঠিত অনুষ্ঠান বিষয়ে আমাদিগের মত ...ক্রমেই ব্রাহ্মদিগের প্রতিকূল করিয়া দি...তে পারিলাম না। উক্ত অবস্থায়, কে ...আছে যে কুত্র অল্প উপলক্ষে নির্দোষ আমো...দ প্রমোদকে নিন্দা করিবে? সোমপ্রকাশে ...তাহার অনুমোদনকরা হয় নাই, ইতিপূর্ব...বের এ কথাটি গোপন করিলেন কেন? এটি ...তে আমাদিগের মত এই, ধর্ম্মে ও আমোদে ...মিশ্রিত করিলেই তাহা ক্রমে উপধর্ম্মে পরি...ণত হয়, ধর্ম্মের স্বতন্ত্র ও আমোদ প্রমো...দের স্বতন্ত্র অনুষ্ঠান হয়, ইহাই আমাদিগের অভিপ্রায়।

ব্রাহ্মেরা অনুষ্ঠিত অনুষ্ঠান আরম্ভ করি...লেন, ইহা দ্বারা উন্নত ও পবিত্র ব্রাহ্মধর্ম্মের ...দুর্গতি ও আপনাদিগের রক্ষিবার সম্ভাবনা ...আছে, তাহাতেই আমরা যৎপরোনাস্তি ...দুঃখিত ও পরিতাপিত হইয়াছি। সমকাল ক...রূপ ব্রাহ্মের নূতন আকার করিয়া রা...খিয়াছে, তাহাতেই তাঁহারা অনুষ্ঠিত অনু...ষ্ঠানের অনর্থকারিতা দেখিতে পাইতেছেন। তাঁহারা যেমন ব্রাহ্মধর্ম্মানুসারে জাতকর্ম্মের প্রয়োজন করিলেন, সেইরূপ ব্রাহ্মধর্ম্মানুসারে আপনাদিগের [illegible] অনুমোদন করিতে ...লেন ... তাঁহারা যদি তাঁহাদিগের অনুমো...দিত হয়, তাহা হইলে ব্রাহ্মধর্ম্মের দুর্গতির পার ...থাকিবে না? জাতকর্ম্ম আর উপনয়ন ...[illegible] উক্ত অনুষ্ঠান ব্রাহ্ম ...[illegible] বলিয়া যদি তাঁ...

থাকিত না প্রার্থনীয় হয়, তাহা হইলে প্রতি অনধি আমরা এই স্থির করিলাম, ব্রাহ্মধর্ম্মের আসন্ন কাল উপস্থিত। আমরা যে যে স্থলে অনুষ্ঠান শব্দ প্রয়োগ করিয়াছিলাম, ইতিপূর্ব্বে তাহা অনুষ্ঠিত অনুষ্ঠান বুঝিয়া লওয়া উচিত ছিল। সেই প্রস্তাবের শিরোভাগে কি অনুষ্ঠিত শব্দ প্রযুক্ত হয় নাই? অনুষ্ঠিত অনুষ্ঠান বস্তুগত উন্নত ধর্ম্মের অভিব্যঞ্জক নহে। উন্নতধর্ম্মের সূচক স্বতন্ত্র উন্নত অনুষ্ঠান আছে। সে অনুষ্ঠান জাতকর্ম্ম অথবা উপনয়ন নয়। জগদীশ্বরের অর্চনা ও সাধনই সেই অনুষ্ঠান। জাতকর্ম্ম অথবা উপনয়ন দ্বারা জগতের কি শ্রেয় সাধন হয় বলা আছে? এতদ্বারা জগতের শ্রীবৃদ্ধি হয় বলা যায় না ঐহিক নিরর্থক বাক্য ইহা নিতান্ত ক্ষীণ অনুষ্ঠান হইবে উচিত সন্দেহ নাই। উপসংহার স্থলে আমরা পুনরায় কহিতেছি ব্রাহ্মদিগের অনুষ্ঠিত অনুষ্ঠানের বিশেষ মূলক প্রার্থনা বিষয়ক বিচার উপস্থিত হইয়াছে, সেই প্রাসঙ্গিক বিষয় বিচারে ব্রাহ্মদিগের এত আবেশ কেন? তাঁহারা উপনয়নের বিষয়ে কিরূপ ব্যবহার করিবেন, জানাইবেন, তাহা হইলেই আমরা জানিব, জাতকর্ম্ম ও উপনয়ন উভয় প্রয়োজন, ব্রাহ্মেরা দেখিবেন যেন একের প্রতি অনুরাগ ও একের প্রতি বিরাগ না করেন। আর একটী বক্তব্য এই জাতকর্ম্মভিন্ন ব্রাহ্মেরা বিবাহকে ঐ দলে লইবার চেষ্টা পাইয়াছেন। বিবাহ ঐ দলপ্রবিষ্ট নয়। উপনয়ন ঘটিত প্রশ্নের উত্তর পাইলেই আমরা তাঁহাদিগের প্রতিবাদের খণ্ডন করিয়া দিব।

সর্ব্বশেষে আমরা আগ্রহ সহকারে ব্রাহ্মদিগকে একটি বিষয়ের বিবেচনা করিতে অনুরোধ করিতেছি, তাঁহারা যেন কুসংস্কার শূন্য হইয়া তাহার বিবেচনা করিয়া আমাদিগকে উত্তর দেন। ব্রাহ্মধর্ম্ম মতে মূর্ত্তিপূজাদি এত নিষিদ্ধ কেন? “পরম পদার্থকে পরিত্যাগ করিয়া অপদার্থকে পদার্থ বলিয়া পূজা করিলে সেই অদ্বিতীয়ের অবমাননা করা হয়,” এই এক মাত্র যুক্তিই কি মূর্ত্তিপূজাদি নিষেধ কারিণী? দ্বিতীয় নাই? দ্বিতীয় একটি মাত্র আর একটী যুক্তি আছে। মূর্ত্তিপূজাদি ... কর্ত্ত... [illegible]

...অথচ বিনষ্ট হইয়া [illegible] এ রূপে ব্যক্তি না ... [illegible] হয় যেরূপ জাতক কার্য্যে [illegible] হইবে কি ... [illegible] মোড়ে পড়িয়া থাকিতে হইবে। [illegible] এ যুক্তিটি প্রসঙ্গত হয় নাই। [illegible] অদ্যই বিবাহদের উদ্দেশে প্রায় [illegible] ব্রাহ্মধর্ম্ম প্রচারে প্রবৃত্ত হন নাই। [illegible] যদি তাঁহাদিগের উদ্দেশ্য হইত, তবে কি অসমায় অনুষ্ঠিত অনুষ্ঠান [illegible] তবে বলবেশে মত পূর্ণ করিয়া [illegible] ষ্টা পাইতেছেন। তাঁহারা [illegible] ব্যবহার করিতেছেন, [illegible] বুঝিতে পারিবেন [illegible] গের আন্তরিক বলিয়া [illegible] জাতকর্ম্মাদির অনুষ্ঠান করিবেন [illegible] কালে এখনকার ন্যায় [illegible] ন্যায় শক্তির পথে যাহা [illegible] দেন না। বর্ত্তমান ব্রাহ্মেরা [illegible] বিত থাকেন, সেই সময়ে [illegible] সে পারিবেন? [illegible] বংশ আপনাদিগের [illegible] বর্ণন করিয়া লোকে [illegible] বিস্মিত হইবে না? [illegible] দিগের কালে এই উত্তর হইবে না, [illegible] অনুষ্ঠান [illegible] ত না রাখিতাম। [illegible] বাধিত হইবে না। [illegible] প্রদর্শিত হইয়াছে [illegible] অবশ্যই বক্তব্য। [illegible] ব্রাহ্ম [illegible] [illegible] দিলেন? সেই [illegible] ব্রাহ্মেরা কীরূপ বুঝিবেন? সেই [illegible] তাহার উপরের [illegible] [illegible] করিয়া? [illegible] [illegible] এই রূপে পর্য্যন্ত বিব...[illegible] আমাদিগের নিকট, [illegible] বলিয়া উল্লেখিত [illegible] থাকে? ব্রাহ্মেরা কি আমাদিগের [illegible] বলবীর্য্যাদির [illegible] কি বিষয় [illegible]

[illegible] প্রত্যহে আমার [illegible] অবশ্য [illegible] করিতে [illegible] আমাদিগের [illegible] [illegible] অত্যন্ত আহ্লাদের [illegible] এ বিষয়ে [illegible] অর্থ [illegible]

বেথুন সোসাইটী।

আমাদিগের একজন [illegible] কলিকাতা বেথুন সোসাইটীর তৃতীয় অধিবেশন বৃত্তান্ত লিখিয়া পাঠাইয়াছেন [illegible] প্রকাশ করিলাম।

[illegible] বেথুন সোসা[illegible] অধিবেশন হইয়া গিয়াছে। এ [illegible] হইয়াছিল, এবং [illegible] সম্পূর্ণ হয় নাই এবং [illegible] কেবল [illegible] হইয়াছে [illegible] দেখা যায় নাই। [illegible] উপস্থিত হইলে কহিলেন [illegible] ইতিহাসের [illegible] একটী প্রবন্ধ পাঠ করিলেন। [illegible] বিবরণ [illegible] যে সকলের আমাদিগকে [illegible] [illegible] ইতিহাসকে [illegible] করিলেন। [illegible] বৃত্তান্ত [illegible] পরে [illegible] হইয়াছে। [illegible] ঘটনার কোন লিখিত প্রমাণ [illegible] পাওয়া যাইতে পারে। [illegible] লিখিত প্রমাণ পাওয়া যায় বটে [illegible] হইতেই সেই সকল বৃত্তান্ত [illegible] ভিন্ন ভিন্ন প্রকারে [illegible] প্রমাণ সংস্থাপিত [illegible] বিবরণ [illegible] [illegible]

[illegible] সকল যেরূপে সংগৃহীত হইয়াছে এবং যেরূপে সেই [illegible] অসম্পূর্ণ লিখিত [illegible] সাহেব [illegible] তাহাই [illegible] করিলেন। [illegible] তাঁহার [illegible] ভূরি ভূরি প্রমাণ দ্বারা [illegible] অনন্তর তিনি [illegible] লইয়া আপনার উক্ত [illegible] প্রণালীর অনুসারে তাহার প্রামাণ্য সংস্থাপন করিলেন। পশ্চাৎ হিন্দুদিগের ইতিহাসের বিষয় প্রসঙ্গ করিয়া বলিলেন, যদি হিন্দুরা আপনাদিগের কোন [illegible] তাহাই না লিখিতেন; তাহা হইলে এক্ষণ [illegible] পারিত যে তাঁহাদিগের [illegible] বিষয় [illegible] এ বিষয়ে তাহা [illegible] সম্পূর্ণ [illegible] করিতে পারেন নাই। কিন্তু তাঁহারা যথার্থ বৃত্তান্ত [illegible] না করিয়া [illegible] কাল্পনিক উপাখ্যান লিপিবদ্ধ করিয়া গিয়াছেন বলিয়া আমরা তাহা গ্রহণ করিতে পারিতেছি না। [illegible] ও কালিদাস উভয়েই কবি ছিলেন। উভয়েই দুই প্রাচীন দেশে [illegible] ব্যক্তি। আমরা প্রথমোক্ত [illegible] বৃত্তান্ত অবগত আছি কিন্তু কালিদাসের জীবন বৃত্তান্তের কোন অংশেই আমাদিগের জ্ঞাত নহে। কেবল যে আমরা তাঁহার জীবন বৃত্তান্তে সম্পূর্ণ অনভিজ্ঞ [illegible] তাঁহার কাল্পনিক জীবন বৃত্তান্ত [illegible] [illegible] আমাদের [illegible] [illegible] যে যে ঘটনা অবলম্বন করিয়া [illegible] [illegible] কার্দোনী [illegible] করিয়াছেন, [illegible] সেই সেই ঘটনার যথার্থ বৃত্তান্ত জানি[illegible] পারা যায়। [illegible] উক্তরূপ [illegible] গোচর করিলেন।

তাঁহার বক্তৃতা সমাপন হইলে [illegible] সাহেব তাঁহাকে [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] বিষয় যেরূপ হইয়াছে [illegible] পূর্ব্বে যে সকল [illegible] [illegible] এই সকল [illegible] [illegible] [illegible] ঐ সকল ব্যক্তির [illegible] [illegible] শিক্ষা ও [illegible] তাঁহার [illegible] সমাপন হইলে পর একজন [illegible] [illegible] আমি আমি আপনাদিগের [illegible] বিবাহ [illegible] লোকের দ্বারা [illegible] [illegible] ইহা অপেক্ষা [illegible] কি হইতে পারে? আমরা [illegible] জাতীয় [illegible] হই না কেন এক [illegible] [illegible] হইতে সকলেই [illegible] নাই। এক্ষণে আমরা সেই [illegible] অনুসারে যাহাতে সকলে কার্য্য করিতে পারি সেইরূপ যত্ন করা সকলেরই কর্ত্তব্য। [illegible] বিষয়ে বাঙ্গলা দেশ বোম্বাই অপেক্ষা [illegible] লাভ করিয়াছেন, আবার কোন [illegible] বোম্বাইয়ের প্রাধান্য আছে। এক্ষণে যদি [illegible] উভয়ের গুণ [illegible] অনুকরণ করিতে পারি, আমাদিগের জীবনের [illegible] সত্য বটে স্ত্রী শিক্ষা আমাদিগের দেশে [illegible] [illegible] [illegible] যদি [illegible] শত বালিকা বোম্বাই [illegible] শিক্ষা প্রাপ্ত হইতেছে [illegible] [illegible] বিষয়ে এখনও আমরা শিক্ষা [illegible] [illegible] আপনারা সকলেই [illegible] যে এতাদৃশ বৃহৎ [illegible] আছে। [illegible] বোম্বাইয়ের ন্যায় কলিকাতায় [illegible] [illegible] প্রতি যত্ন করা হইতেছে না, ইহা অত্যন্ত [illegible] বিষয়। বোম্বাইয়ে আর একটী [illegible] [illegible] [illegible] সে এই দেশীয় [illegible] বোম্বাইয়ের [illegible] হইয়াছেন। আমরা যে সকল বিষয় [illegible] হইয়াছি যে [illegible] [illegible] লোকের গোচর করিতে [illegible] [illegible] আমাদিগের দেশের [illegible] [illegible] [illegible] [illegible]

... [illegible] ... যাইলাই ... [illegible] ... করিতেছেন। এই ... [illegible] ... আর এক জন ... [illegible] ... বোম্বাইয়ের প্রধান ... [illegible] ... প্রধান কারণ এই যে তাঁহারা ... [illegible] ... দেশ অগ্রপশ্চাৎ বিবেচনা ... [illegible] ...

পাঠকগণ এক্ষণে আপনাদিগকে জিজ্ঞাসা করি, যেস্থলে ... [illegible] ... কয়েকটি কথা কহিলেন, তাহার কোনটি [illegible] ... ইহা কি সত্য নয় যে এত ধনবান ব্যক্তি থাকিতেও আমাদিগের বালিকারা শিক্ষা প্রাপ্ত হইতেছে না। ইহা কি সত্য নয় যে এত বিদ্যাবান্ ব্যক্তি থাকিতেও কুসংস্কারে দেশকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। পাঠকগণ আপনারা কি লজ্জিত হইতেছেন না যে এই ভারতবর্ষের অন্য স্থান বাসী ব্যক্তিরা আসিয়া আপনাদিগকে এই রূপ ... [illegible] ... উপদেশ দিতেছেন?

আগত। [illegible]

২৩এ মাঘ শনিবার।

আমি অদ্য কলিকাতা হইতে নদিয়া জেলার অন্তর্গত থানা রাণাঘাটের অধীন রাণাঘাট নাম গ্রামে উপস্থিত হইলাম। এইগ্রাম কলিকাতা হইতে ২৪শ ক্রোশ। এস্থানের উত্তর সীমা [illegible] ... গ্রাম ও বাহুড়ের খাল। ঐ খাল পূর্ব্ব পশ্চিমে দীর্ঘ। পশ্চিমে চূর্ণী নদী। ঐ নদী পদ্মার শাখা (মাতাভাঙ্গা) হইতে উৎপন্ন হইয়া দক্ষিণে শাকাশালির নিকটে (শিবপুর) গঙ্গার সহিত মিলিত হইয়াছে। দক্ষিণে [illegible] ... এবং পূর্ব্বে মাগুরখালী গ্রাম। এই গ্রাম উত্তর দক্ষিণে দীর্ঘ প্রায় এক ক্রোশ। ... [illegible] ... ক্রোশ প্রশস্ত হই[illegible] ... রেলওয়ে ষ্টেশন হইতে গ্রামের ... [illegible] ... শান্তিপুর পর্য্যন্ত একটি রাস্তা প্রস্তুত ... [illegible] ... এখানকার কৃষিকার্য্যে কিছু বাণিজ্য ... [illegible] ... অধিক থাকাতে গ্রাম মধ্যে উৎকৃষ্ট ... [illegible] ... হওয়ার সম্ভাবনা নাই। কোন ক্রমে ... [illegible] ... থাকিতে পারে ... [illegible] ... সুবিধা প্রযুক্ত করিয়া ... [illegible] ... এখানে প্রত্যেক ... [illegible] ... আছে। তদ্ভিন্ন ... [illegible] ...

এখানকার বসতির সংখ্যা প্রায় দুই হাজার অপেক্ষা কিঞ্চিৎ অধিক হইবেক। [illegible] ... বর্ষ হইতে চৌকিদারী টেক্স আদায় হইয়া থাকে। চৌকিদারের সংখ্যা ... [illegible] ... গ্রাম মধ্যে ইতস্ততঃ অনেক গুলি ইষ্টকনির্ম্মিত অট্টালিকা দৃষ্ট হয় বটে কিন্তু রাস্তা ঘাটের অবস্থা তত উৎকৃষ্ট নহে। উপরি উক্ত বসতির সংখ্যার মধ্যে ব্রাহ্মণ প্রায় ৩০০ ঘর, কায়স্থ ৩০০, তিলি ২৫০ এবং গোয়ালা ৩০০ ঘর ... [illegible] ... ইহাভিন্ন কামার, কুমার, ধোবা, নাপিত, মালা, এবং তন্তু প্রভৃতি অনেক গুলি আছে। গ্রামের প্রান্তে কতকগুলি মুসলমান আছে। এখানকার লোকদিগের শারীরিক অবস্থা দেখিয়া বোধ হয় যে ইহার বিলক্ষণ স্বাস্থ্যের প্রকৃতির ন্যায় এখানে স্বাস্থ্যের তত অধিকার করিতে পারে নাই। একতারা অনুমান হইতেছে এখানকার জল বায়ু বিশুদ্ধ, বিশেষতঃ এখানে কয়েকজন নেটিভ ডাক্তার ও ২টি ঔষধালয় আছে। ... [illegible] ... ডাক্তার ... [illegible] ... সংখ্যা কমিবার কিঞ্চিৎ অসুখ প্রদেশে প্র[illegible] ... করিতে আসিয়াছিলেন। তাঁহার নিকট শুনিলাম যে বাঁশবেড়ে গ্রামে ২২১৭ জন ... [illegible] ... পরিত্যক্ত হইয়াছে। কি দুঃখ! এই রাণাঘাটে ডেপুটি মাজিষ্ট্রেটের আফিস হইয়াছে। এক্ষণে শান্তিপুর হইতে তিনি আগমন করিলেই হয়।

গ্রামের অধিকাংশ লোক বাণিজ্য ব্যবসায় করিয়া জীবিকা নির্ব্বাহ করিয়া থাকেন। এখানকার [illegible] চাকরী এবং রাজকীয় চাকরিও [illegible] রক্ষা করেন। এখানে একটি চতুষ্পাঠীও আছে। চতুষ্পাঠীতে যেরূপ কার্য্য হয় তাহা বর্ণন করা বাহুল্য মাত্র। এখানকার একে ত মৃত্তিকা তত উৎকৃষ্ট নহে, তাহাতে কৃষকের অত্যন্ত অভাব, সুতরাং কৃষিকার্য্যের উন্নতি হইবার সম্ভাবনা কি? ...

এখানে ইংরাজী ও বাঙ্গলা দুটি পাঠশালা ... বিদ্যালয় আছে। বাঙ্গলা বিদ্যালয়টি [illegible] ... পর্য্যালোচনা করিলে বোধ হয় ... [illegible] ... শিক্ষক ... [illegible] ... কার্য্যক্ষম ... [illegible] ... বিষয়ে কিছু ... [illegible] ...

... [illegible] ... কার্য্য হইতে মুক্ত ... [illegible] ...

... [illegible] ... ইংরাজী বিদ্যালয়ের ... [illegible] ...

... [illegible] ... এই গ্রামের ... [illegible] ... রাধিকার ... [illegible] ... কৃষ্ণচন্দ্র পাল চৌধুরী ... [illegible] ... পুরুষ পর্য্যন্ত ... [illegible] ... তথাপি ইহার ... [illegible] ... এক জন ... [illegible] ... ১৫০০০ টাকা ... [illegible] ...

এখানকার লোকদিগের ... [illegible] ... পাল ... চৌধুরীর ... [illegible] ...

... [illegible] ...

বিবিধ সংবাদ।

৫ ই ফাল্গুন সোমবার।

গত দুর্ভিক্ষের সময় ঢাকা হইতে ... [illegible] ... সহায়তার জন্য দুই ... [illegible] ... প্রার্থনা হইয়াছে। দুর্ভিক্ষ পীড়িত ... [illegible] ... সহায়তার জন্য সংগৃহীত ... [illegible] ... কমিশনের ... [illegible] ...

[illegible] হইতেছে [illegible] কঠিন [illegible] হইয়াছে, এবং [illegible] হইয়া। [illegible] সংশোধন হইতেছে [illegible] ইংলণ্ডের [illegible] করে আমাদ [illegible]

[illegible] মধ্যে গোচিত সাহেবের [illegible] সহিত বোম্বাই, মাঁ [illegible] সংযোগ হইবার কথ- [illegible] হইতেছে, আমাদিগের পাঠকবর্গ [illegible] হইলে ১২ ঘণ্টার মধ্যে লণ্ডন [illegible] সংবাদ আনিবে।

বোম্বাইয়ের ছোট আদালতের দ্বিতীয় [illegible] মি, কমলেট জি. তত্রত্য প্রধান [illegible] একজন [illegible] বিচারপতি হই [illegible] তাঁহাকে তাহার সং- [illegible] লিখিয়াছেন। [illegible] বিচারপতি হইবেন। [illegible] ন্যায় [illegible] সাধন [illegible] পারিবেন না।

আমরা [illegible] সম্বন্ধে [illegible] ব্যবহার [illegible] করিয়াছি। [illegible] বিখ্যাত [illegible] মিলিবার আশায় [illegible] লোক- [illegible] কষ্ট নিবারণের জন্য ১৫০০০ টা [illegible] কালেক্টরের হস্তে প্রদান করিয়া- [illegible]। আর এক জন উক্ত নগরে একটি [illegible] জন্য ৫০,০০০ টাকা দিয়াছেন [illegible] কোথায়? আমরা [illegible] দিন আমরা [illegible] তত দিন আমাদিগের [illegible] হইবার সম্ভাবনা নাই।

[illegible] না লইয়া এখন একাকিনী [illegible] প্রসিদ্ধ আছে। [illegible] দৈনিক পুরুষের সহিত ব্য- [illegible] হইয়াছিলেন [illegible] তাঁহার এক সখী উঁহাকে এক [illegible] রাজ্ঞী [illegible] গোপন [illegible] তাঁহাকে [illegible] করিয়া [illegible] লোকেরা [illegible] বাহির করে। রাজ্ঞী এই জন্য [illegible] পলায়ন করিয়াছিলেন।

[illegible] সর্বদেই। কিন্তু [illegible] পতিব্রতা [illegible] বিখ্যাত [illegible]।

বি এল, ও এম, এল, দিগকে একবারে [illegible] প্রধানতম বিচারালয়ে ওকালতি করিতে দেওয়াতে কেহ কেহ অসন্তুষ্ট হইয়াছেন। সেদিবস এক জন বি এল এডিনবরা [illegible] ইংলিসম্যানে অসন্তোষ প্রকাশ করিয়াছেন। আমরা [illegible] প্রধান বিচারপতি প্রথমতঃ এম, এল, [illegible] সনন্দ দিতে অসম্মত হইয়া ছিলেন। বি এলেরা [illegible] কাতর হইতেছেন কেন? তাঁহাদিগের অধিক ক্ষমতা আছে উপার্জ্জন অংশে [illegible] বিশেষ হইবে সন্দেহ নাই। তবে তাঁহাদিগের কিছু সম্ভ্রম অধিক করা উচিত বটে কিন্তু এম এল দিগকে সনন্দ না দিবার ইচ্ছা নে [illegible] যুক্ত হয় না। তবে এম এলের পরীক্ষা সৃষ্টি করা হইল কেন?

সর বার্নেস পিকককে অধিকতর [illegible] বোধ হইতেছে। বাবু [illegible] [illegible] মুক্তির বিষয়ে তিনি [illegible] করিবার পূর্ব্বে গেজেটমধ্যে [illegible] প্রধানতম বিচারালয়ের মত লওয়া উচিত [illegible]। [illegible] বিষয়ে [illegible] লইবার প্রয়োজন বোধ হয় না।

[illegible] ভিন্ন ভিন্ন [illegible] তাহার আজ্ঞা দ্বারা [illegible] হইয়াছিল। আমরা পুনর্ব্বার জিজ্ঞাসা করিতেছি [illegible] থাকিবার অপরাধে কিনিমিত্ত ভিন্ন বিচার হইতেছে না?

টাইমস অব ইণ্ডিয়া বলেন, [illegible] মিস [illegible] বিবাহ করিবেন না [illegible] [illegible] কি [illegible] নাই?

উক্ত পত্র বলেন [illegible] সাহেবের মৎ [illegible] জন্য ৩২৫০ টাকা প্রদান করিয়াছেন। আমরা কিজন্য বর্দ্ধমানের [illegible] হইতে কোন [illegible] সংবাদ শ্রবণ করিতেছি না?

কয়েক দিবসাবধি অমরা [illegible] চারজন উক্ত ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের [illegible] আর কোন [illegible] [illegible]

[illegible] মৃত হইয়াছেন। [illegible] দিতে হইবে। এক্ষণ [illegible] দিয়াছেন।

সকলেই [illegible] করিয়া [illegible]

[illegible] সাহেবের [illegible] করিয়া [illegible] হইয়াছেন। [illegible] সাধারণ [illegible] পারে [illegible] হইলে তাহা সাধারণ [illegible] ব্যবহার [illegible]

উক্ত পত্র আর ও বলেন [illegible] চৌধুরী ও [illegible] সাহেব [illegible] বার্ষিক [illegible] জন্য এক চাঁদা [illegible] ইঁহারা দুইজনই বাঙ্গালী। [illegible] সাহেব ৭৫০০ টাকা সংগ্রহ করিয়াছেন [illegible] বিদেশে থাকিয়া বাঙ্গালীরা যে [illegible] তাহা হইলে অনেক [illegible] হয়।

উক্ত পত্র শ্রবণ করিয়াছেন এক রেজিমে [illegible] সেনা উক্তস্থান দিয়া গমন করিবার সময়ে [illegible] উপর অ- [illegible] অত্যাচার করিয়াছে। একথা নূতন নহে।

টাইমস অব ইণ্ডিয়া বোম্বাইয়ের [illegible] কোম্পানির কার্য্য বিবরণ প্রকাশ করিয়াছেন [illegible] কোম্পানির ২৫০০,০০০ টাকা মূল ধন। প্রতি অংশে ৫০ টাকা। আপাততঃ তাঁহারা ২০,০০ [illegible] অংশ বাহির করিয়াছেন।

উক্ত পত্র [illegible] সভার এক আইন প্রকাশ [illegible] স্থির [illegible] অন্য সাধারণ [illegible] টাকা দেওয়া [illegible] বিবাহ [illegible] এই [illegible] বিদ্রোহ [illegible] ইউরোপীয় কোন দেশে [illegible] মত প্রায় হয় নাই। এক্ষণে [illegible] সেই [illegible] সংস্কার হইতেছে।

উক্ত পত্র বোম্বাইয়ের [illegible] বিদ্যালয়ের [illegible] প্রতিবাদ করি- [illegible]

আর্টিকেল বিষয়ক। আষ্টিনগ অবসর কার্য

...কান্তিন মঙ্গলবার।

...ইংরাজ মহারাজ, সার হ, স পিঃ বি, ট্রেভর ... ইংলণ্ডে যাইবার উদ্যোগ করিতেছেন। তাহাহইলে প্রধানতম বিচারালয়ের এক পদ শূন্য হইল।

উক্ত পত্র আরো বলেন ঢাকার কমিসনর ... সাহেব অবকাশ গ্রহণ করাতে ... সিবিল জজ এবং কবি তাঁহার প্রতিনিধি হইবেন।

অযোধ্যা গেজেট বলেন, প্রধান কমিশনর ... পদ হইতে অভিষিক্ত হইয়াছেন। কিন্তু ... আমাদের জানা নাই।

উক্ত পত্র আরো বলেন প্রধান সেনাপতি ... নগপুর হইতে প্রত্যাগত হইয়া সেনাপতি ... সাহেবের সহিত পোলা দর্শনে গিয়াছিলেন এবং রবিবার লক্ষৌ হইয়া সীতাপুরে উপস্থিত হইবেন। বোধ হয় তাহার পর তিনি ... গবর্ণর জেনেরলের সহিত সাক্ষাৎ করিতে যাইবেন।

... মহীসুর রেকর্ডর বলেন গত বুধবার ... বাঙ্গালোর ব্যাঙ্কে একটী ভয়ঙ্কর চুরি হইয়া গিয়াছে। চোরেরা একটী গবাক্ষ ভগ্ন করিয়া ব্যাঙ্কে প্রবেশ করে, তাহার পর একটী লোহার সিন্দুক ভাঙ্গিবার চেষ্টা পায়। কিন্তু কৃতকার্য্য হইতে পারে নাই, কেবল সিন্দুকের চাবি পাইবার অনুসন্ধানে দুই একটী ... খুলিয়া ছিল, তাহাতে কিছু টাকা ... হইয়াছে। চোরেরা ধরা পড়ে নাই।

লাহোর ক্রনিকেল শুনিয়াছেন বঙ্গদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণর উত্তর পশ্চিমাঞ্চলের লেপ্টেনেণ্ট গবর্ণর হইবার জন্য গবর্ণর জেনেরলের নিকট আবেদন করিয়াছেন। কেবল কি স্বাস্থ্যরক্ষার লোভ, না আর কোন হেতু আছে?

বাঙ্গালি সম্পাদক বলেন, বঙ্গদেশীয় লেপ্টেনেণ্ট গবর্ণর বেথুন স্ত্রী বিদ্যালয়ের অধ্যক্ষ সভাকে জিজ্ঞাসা করিয়াছেন, ঢাকায় স্ত্রী ... বিদ্যালয় হইতে পারে কি না? বোধ হয় ঢাকায় ... স্ত্রী নর্ম্মাল বিদ্যালয় প্রতিষ্ঠিত করিয়া কৃতকার্য্য হইবার এখনও বিলম্ব আছে। কলিকাতার বেথুন বিদ্যালয় তাহার প্রমাণ।

উনি আরো বলেন গবর্ণমেণ্ট প্রধান ... বিচারালয়ে একজন এডিসনল সরকারী উকীল নিযুক্ত করিবার অভিলাষ করিয়াছেন। তাঁহাকে কোম্পানি সরকারের প্রধান উকীলের সহিত একত্র কার্য্য করিতে হইবে এবং তিনি মাসিক ... বেতন পাইবেন।

উক্ত সম্পাদক আরো বলেন সরচার্লস জাক্সন আগামী মেলে কলিকাতা পরিত্যাগ করিয়া ইংলণ্ডে যাইবেন বলিয়া তাঁহাকে অভিনন্দন পত্র প্রদান করিবার মানসে ভবানীপুরে বাবু কৃষ্ণকিশোর ঘোষের বাটীতে সভার উকীল একত্র হইয়া একটী সভা করিয়াছিলেন।

তিনি আরো বলেন বারাসতবাসিরা লাকামাধ্যায়ে দুর্ভিক্ষ নিবারণার্থ একটী সভা করিবার চেষ্টা পাইতেছেন।

তিনি আরো বলেন কিউক উইলিয়ম বাবু ... এবং কালীকৃষ্ণ বাহাদুর শুঙ্কগারে কলিকাতার মাস্ত্রাজ প্রণয়ন করিয়া সন্তোষ প্রকাশ করিয়াছেন. পূর্ব্বের মত ময়লা আর যেন হইতে উঠিয়া গিয়াছে এবং সুরক্ষিত্যর্থে ... কাৎ (কাগজ) কার্যের অগ্রগতি হইয়াছে। হিন্দুদাসীগণ আপন আপন ধর্ম্ম ক্রিয়ার অনুষ্ঠান করিতে পারিবে।

বোম্বাই গাটকে ব্রিকিউ বলেন কোয়াসজি জাহাঙ্গির আসিয়াটিক লাইব্রেরিতে এদেশীয় সাহিত্য গ্রন্থ সংগ্রহার্থ পাঁচহাজার টাকা দিয়াছেন।

৭ ই মাঘে বুধবার।

ফিনিক্স বলেন, পাকিস্তানের ... বৃহৎ কল্যাণে ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার অন্যতর সভ্যপদ একদিন শূন্য ছিল, ... পুরের নবাবের ঐপদ পাইবার সম্ভাবনা হইয়াছে।

ঢাকা নিউসের চিরাগপুরিক সংবাদদাতা বলেন, অ... গিয়ার দিকে দিন দিন ... প্রবল হইয়া পড়িতেছে। কেহ কেহ বন্দুক পাইয়া আমাদিগের রাজপুরুষের হস্তে আত্মসমর্পণ করিয়াছে, আর কতকগুলি জঙ্গল ... হইতে ধৃত হইয়াছে।

ফিনিক্স ... বলেন ... দুর্ভিক্ষ নিবারণ জন্য নিজামের ... হইতে ২০০০ টাকা উঠিয়াছে।

৯ ই ফেব্রুয়ারি কলিকাতা কালেজের সাংবাৎসরিক পারিতোষিক দান সম্পন্ন হইয়াছে। এই ইহার প্রথম পারিতোষিক দান। সভাস্থলে এইচ উড্রো এ প্রফেসর ই, বি, কাউএল সাহেব বাবু প্যারীচাঁদ মিত্র ও বাবু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায় প্রভৃতি অনেক ভদ্র লোক উপস্থিত হইয়া ছাত্রদিগের উৎসাহ বর্দ্ধন করিয়াছেন।

... সবার ... বলেন ১৮৬২ অব্দের ... জইণ্ট ষ্টক কোম্পানি টাকা ... বাণিজ্যার্থ ... টাকা প্রদান করিয়াছেন। তন্মধ্যে নিম্নলিখিত কোম্পানিরা ... ভারতবর্ষে নিম্ন লিখিত টাকা ...

করিয়াছেন। ... গ্যাস কোম্পানি ... কোম্পানি ... আগ্রিকালচ্যুরাল ... কোম্পানি ... টাকা ...

উক্ত পত্র ... লোকের ... সাহেব বোম্বাই বিবাহিত ... হইয়াছেন।

উক্ত পত্র আরো বলেন ... রাজ্য ... ত্য রাজকার্য্য নির্ব্বাহার্থ ... অভিপ্রায় করিয়াছেন ...

উক্ত পত্র আরো বলেন ... উত্তর পূর্ব্ব ... আবার ...

উক্ত পত্র আরো বলেন ... সম্পাদক ... হইয়া ইংলণ্ড হইতে ...

ঢাকা ... সদর ... লোককে ... গের নিকট হইতে ... বাহির হইয়াছেন।

৮ ই ফাল্গুন ...

... এক ... ব্যবহারের ... উপরে ... তা শিখাইবার জন্য ... করেন, পরে ... নাম ... হইয়া লেপ্টেনেণ্ট ... রাজকীয় ... দেশীয় ... তাঁহার ... পূর্ব্বে ... দর্শক বিচারপতি ছিলেন।

... হইতে ... তুলা রপ্তানী হইয়াছে। ... লো, না ...

... পর ... সকল ... হইবে ... আমার ...

৫। এবিলাম ফন্ডের মূল্য হাস হইয়া তক্ক টাকা হইয়াছে।

ঐ ডাক সংবাদ দ্বারা লিখিয়াছেন লার্ড এলগিন [illegible] এক বাটাবি [illegible] এক দল ইউরোপীয় ও এক দল [illegible]ীয় সওয়ার, [illegible] দেশীয় [illegible] এক রেজিমেন্ট এতদ্দেশীয় ও এক [illegible] ইউরোপীয় পদাতিক এবং [illegible] [illegible] আছে। [illegible] তিন হাজা[illegible] হাতী আছে। [illegible] প্রায় ১০০০০ [illegible] গমন করিতেছে। [illegible] সেখানকার লোকেরা [illegible] হয়। [illegible] প্রতিনিধির এরূপ [illegible] না হইবে কেন?

[illegible] বাড়ির নিকট একটী শো[illegible] ঘটিয়াছে। [illegible] হইতে [illegible] দেখিতে আইসে। [illegible] এক [illegible] শয়ন [illegible] তাহার [illegible] না [illegible] হয়। [illegible] ক্যাপ করা [illegible] করিয়াছে [illegible] বালককে বধ করি[illegible] নিকটে [illegible] করিয়াছে [illegible] কেবল [illegible] করিয়াছে। [illegible] বিশেষে [illegible] উপযুক্ত [illegible] হয়।

[illegible] উপনিবেশে [illegible] প্রচুর প[illegible] করলা উঠিতেছে। ইহা [illegible]

[illegible] আজ্ঞা করিয়াছেন যখন ব্রিটিশ [illegible] সীমা দিয়া গমন করিবে, [illegible] পূর্বে তত্রত্য কর্তৃপক্ষকে সংবাদ দি[illegible]।

[illegible] সংবাদদাতা [illegible] সুলতান [illegible] হইয়াছেন। [illegible] সাধন করিয়াছি[illegible] [illegible] করা হইতেছে, এবং [illegible] হইয়াছে। প্রধান [illegible] কর্ম ত্যাগ [illegible] পদে নিযুক্ত হইয়াছেন। [illegible] মৃত্যু হওয়াতে তাঁহার [illegible] উক্ত দেশের শাসন [illegible] শাসনকর্তা পারিবে[illegible] তিনি এক জন যোগ্য [illegible]।

[illegible] রাজা বিক্টর ইমানি[illegible] ইটালীর [illegible] লোক [illegible] জয় করিবার কারণ [illegible] না কেন, আমরা [illegible] মহারাজ

পর্তুগালের মহারাজ্ঞী [illegible] সাহায্য করিয়াছেন, [illegible] ফরাসী সম্রাটের বিশ্বস্ততা দর্শনে বিরক্তি ও অহঙ্কার প্রকাশ করিবেন ইহা আশ্চর্য্যের বিষয় নহে।

সর চার্লস ট্রিবিলিয়ান আর দুই কোটি টাকার নোট প্রচলিত করিতেছেন।

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া বলেন লেডি ক্যানিঙ্‌ যে সকল অলঙ্কার ও দ্রব্য উপঢৌকনের স্বরূপ প্রাপ্ত হইয়াছিলেন তাহা বিক্রীত হইবে না। উহা উক্ত দেশের আর্লদিগের পৈতৃক সম্পত্তির মধ্যে রহিল।

৯ই ফাল্গুন শুক্রবার।

ইংলিশম্যান লিখিয়াছেন, [illegible] হারিংটন সাহেব উত্তর পশ্চিমাঞ্চলের লেপ্টেনেন্ট গবর্ণর হইয়াছেন।

উক্ত পত্র আরো বলেন, সম্প্রতি যে মেল আসিয়াছে, তদ্দ্বারা জানা গেল ১৬ই জানুয়ারি কোপেন হেগেনে ডেন্মার্কের রাজকুমারী আলেক্‌জাণ্ড্রার সহিত রাজকুমারের বিবাহের নিবন্ধ পত্র স্বাক্ষর হইয়াছে।

উক্ত পত্রে দৃষ্ট হইল সম্প্রতি ডাক্তর [illegible] সাহেব সাঁওতালদিগের বিষয়ে এই ভাবে একটী বক্তৃতা করিয়াছিলেন, যে "প্রায় চল্লিশ বৎসর গত হইল রাজমহল পাহাড়ের নিকটে একটীও সাঁওতাল দেখিতে পাওয়া যায় নাই। ১৮২৭ অব্দ অবধি ঐ স্থানে সাঁওতাল আসিতে আরম্ভ করে। ১৮৪৮ অব্দে প্রায় সাত হাজার দুই শত। তাহারা [illegible] ও সৎ। তাহাদের কোন মকদ্দমা উপস্থিত হইলেও কিন্তু প্রয়োজন হয় না। তাহারা আপনার দোষ আপনারাই স্বীকার করে। তাহাদিগের মধ্যে আজিও সভ্যতা প্রবেশ করে নাই সুতরাং সভ্যতানেতের প্রতারণাদিও স্থান প্রাপ্ত হয় নাই। যাহারা সভ্য জাতি বলিয়া প্রতিষ্ঠিত হইয়াছেন তাহাদিগের যদি ঐ রূপ স্বভাব হয় পৃথিবী কি সুখের স্থান হইয়া উঠে।"

লেপ্টেনেন্ট গবর্ণর বুধবার প্রত্যাগত হইয়া পুনর্ব্বার মার্চ মাসে দার্জ্জিলিঙে যাইবার মানস করিয়াছেন। উক্তস্থল মাস কি কেবল বিশ্রাম স্থল হইল উঠিল?

দিল্লী গেজেট বলেন, রামপুরের নবাব, ভূপালের বেগম, মুন্সির মহারাজ, টিকের ম[illegible] [illegible] মহারাজ, জয়পুরের মহারাজ, [illegible] মহারাজ, [illegible] মহারাজ ও [illegible]পুরের মহারাজ, এবং [illegible]পুরের মহারাজ [illegible] ইহারা আগামীর গবর্ণর জেনেরলের সহিত সাক্ষাৎ করিতে আসিবেন।

ইংলিশম্যান বলেন, [illegible] [illegible] টাকা [illegible]

[illegible] বালকদিগের জন্য ৩০০ টাকা। [illegible] কন্যার ক্লোর।

[illegible] দৃষ্ট হইল আসামের [illegible] [illegible] অব্যবস্থার চা [illegible] [illegible] সম্পন্ন হইতেছে না। কলিকাতা হইতে [illegible] যে [illegible] প্রায় [illegible] অনেকে মরিয়া যায় ও অনেকে পলা[illegible] করে। চা করদিগের যে সদ্ব্যবহার এরূ[illegible] না হবে কেন?

১০ই ফাল্গুন শনিবার।

আমরা কৃতজ্ঞতা সহকারে প্রকাশ করি[illegible] যে আমাদিগের বিদ্যালয়ের বালিকাদি[illegible] [illegible] ৫০, হরিনাভির বাবু [illegible] মুখোপাধ্যায় ও [illegible] ঘোষ [illegible] বসু ৫, দ্বিতীয় নবীনচন্দ্র ঘোষ [illegible] টাকা দান করিয়াছেন।

ইংলিশম্যান বলেন, [illegible] প্রধা[illegible] বিদ্রোহী [illegible] বিদ্রোহীর জয় হইয়াছে। যে [illegible] ১০০০ টাকা পুরস্কার দেওয়া হইয়াছে।

[illegible] দৃষ্ট হইল ইংরেজেরা [illegible] ও সৈন্যদিগকে চীন রাজ্যের কর্ম [illegible] অনুমতি প্রদান করিয়াছেন।

[illegible] গেজেট বলেন, [illegible] [illegible] সভায় [illegible] হইয়াছিল। [illegible] অংশীদিগের ২৫ টা[illegible] লাভ হইয়াছে। সম্প্রতি [illegible] প্রস্তাব হয়, যদি ২০০ টাকা করিয়া ২০০ অংশ বৃদ্ধি করা যায় তাহা হইলে আর[illegible] ৪০ হাজার টাকা মূলধন বৃদ্ধি হইয়া [illegible] পরিমাণে কার্য্য চলিয়া অধিক লাভ হইতে পারে।

[illegible] পত্রে দৃষ্ট হইল লার্ড [illegible] [illegible] দুর্ভিক্ষ নিবারণার্থে ২ [illegible] টাকা প্রদান করিয়াছেন।

—•—

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সমাজ।

৩রা ফাল্গুন শনিবার।

লেপ্টেনেন্ট গবর্ণর সভাপতি।

[illegible] আদালতের [illegible] [illegible] পঠিত হইল।

[illegible] [illegible] সভার [illegible] বিল [illegible] [illegible] [illegible] [illegible] কোন ব্যক্তির [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ব্যক্তি নিজে, অথবা, উকীল দ্বারা আপন [illegible] সমর্থন করিতে পারিবেন।

মৌলবী আবদুল লতিফ [illegible] টিকা [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

ব্যবস্থাপক সভা।

৭ ই ফাল্গুন বুধবার।

সহঁরবার্ট সেপিয়ার ও সভাপতি কাবিওটিক সাহেব ১৮৫৯ অব্দের দশ আইন সংশোধন বিষয় ক বিলের উপর সিলেক্ট কমিটির রিপোর্ট প্রদান করিলেন। ইহা উত্তর পশ্চিমাঞ্চল সব লেপ্টনন্ট গবর্ণরের সীমার মধ্যে প্রচলিত হইবে। তিনি আরো আকায়াব রেঙ্গুন ও মুলমীনে ষোট আদালত স্থাপন বিষয়ক বিল সিলেক্ট কমিটির রিপোর্ট প্রদান করিলেন। আবকারী আইন ১৮৫৬ অব্দের ২১ আইন ও ১৮৬০ অব্দের ২৩ আইনের সংশোধন বিষয়ক বিলের উপর সিলেক্ট কমিটী যে রিপোর্ট করিয়াছেন তাহাও প্রদান করা হইল।

কাবিওটিক সাহেব পতিত ভূমির উপর রাজস্বের নিষ্পত্তি করিবার বিল অর্পণ করিবার অনুমতি চাহিলেন। ইহা দ্বারা এই স্থির করা হইতেছে ভূমি বিক্রীত হইলে পর আর তাহার ও তাহার উপর স্বত্ব থাকিবে না। তাঁহার এ প্রস্তাবানুসারে ঐ লিখিত বিল বিধিবদ্ধ হইল। দেওয়ানী আদালতের পেয়াদাদিগের বেতনের বিল, আর হাসির পুরের বেহলা ও ইজতপুর পরগণা পুনর্বার নিরমাহুগত প্রদেশ সংস্থা পরিগণিত করিবার বিল।

সেইন সাহেবের প্রস্তাবানুসারে নিম্নলিখিত বিল বিধিবদ্ধ হইল। বোম্বাইয়ের প্রধানতম বিচারালয়ের বিচারপতিরা খোজা জাতি কতেক নিয়মে বহু সাধারণ রোগে অথবা হাসপাতালে কয়েদ রাখিবার অনুমতি করিতে পারিবেন।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টনন্টগবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

১৩ই ফেব্রুয়ারি—উত্তরকাছাড়ের প্রতিনিধি সহকারি কমিসনর লেপ্টনান্ট ডব্লিউ. বি. এস. ক্লার্ক সাহেব ঐ জেলার মাজিষ্ট্রেট ও কালেক্টরের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

১৩ই ফেব্রুয়ারি—মৌলবী আবদুল আ[illegible] অনুপস্থিতি কাল পর্যন্ত বাবু গোবিন্দচন্দ্র বসু ১৮৬১ অব্দের ১৫ আইনের অনুসারে ত্রিপুরার [illegible] মাজিষ্ট্রেটের প্রতিনিধি ও ১৮৩৩ অব্দের [illegible] নিয়মানুসারে তথাকার ডেপুটী কালেক্টর হইবেন এবং বেলপাড়ে অন্য কোন অনুমতি [illegible] পর্যন্ত ১৮৬১ অব্দের

২২ ধারার অনুসারে ২য় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

এইচ. ই. বক সাহেব বাঙ্গালাদেশীয় মেডিকাল কর্মচারির প্রতিনিধি হইবেন।

এইচ. সি. বোলার সাহেব বাঁকুড়ার মেডিকাল কর্মচারির প্রতিনিধি হইবেন।

১২ই ফেব্রুয়ারি—বর্দ্ধমানের ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর এম সিটন সাহেব হাবড়ায় থাকিয়া ১৮৬১ অব্দের ২৫ আইনের ২২ ধারানুসারে তথায় প্রথম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

ভবানীগঞ্জের ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর মৌলবি মহম্মদ উক্ত আইনের অনুসারে ও ১৮৫৪ অব্দের ৯ আইনের ১ম ধারানুসারে রঙ্গপুর, বগুড়া ও দিনাজপুরের ১ম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন, এবং উক্ত আইনের ৩৮ ধারার অনুসারে প্রধানতম বিচারালয়ে আসিবার উপযুক্ত মকদ্দমা বা দোষী ব্যক্তির প্রথম তত্ত্বাবধান করিবার ক্ষমতা প্রাপ্ত হইবেন।

নদীয়ার ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর বাবু রসুলাল ঘোষ বাখরগঞ্জে বদলি হইয়াছেন এবং ১৮৬১ অব্দের ২৫ আইনের ২২ ধারার অনুসারে তথাকার ১ম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেট ক্ষমতা পাইবেন।

নদীয়ার প্রতিনিধি ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর বাবু অভিলাচরণ রায়চৌধুরী বদলি হইয়া দিনাজপুরে গিয়াছেন, এবং উক্ত আইন অনুসারে তথাকার ২য় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতার সহিত কার্য্য করিবেন।

নদীয়ার প্রতিনিধি ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর বাবু ললিতমোহন চট্টোপাধ্যায় মহম্মদসিংহে গিয়া উক্ত আইনের অনুসারে তথাকার ২য় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেট হইবেন।

মেদিনীপুরের জোটআদালতের জজ বাবু বেণীমাধব সোম বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভার ৬ আইন এবং ১৮৫৯ অব্দের ৯ আইনের অনুসারে তথাকার ডেপুটী কালেক্টরের ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

সারণের ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর রায় কুলদীপ নারায়ণ সিংহ পাটনায় বদলি হইয়া তথাকার মাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইয়াছেন।

আসামের প্রতিনিধি কমিসনর জেনকিন্স এজেন্সি পদের ক্ষমতা পাইয়াছেন।

[illegible] সাহেব [illegible]
[illegible]
ও [illegible]
১৩ ই [illegible]
[illegible]
বিভাগের [illegible]
বর্দ্ধমানের ২য় [illegible]
[illegible] হইতে [illegible]
১ম শ্রেণীর [illegible]
শ্রেণীর [illegible]
রাজসাহীর ১ [illegible]
দি ধারার [illegible]
হেন।

নদীয়ার সহকারী [illegible]
[illegible] হইবেন।

[illegible] পুরের ২য় হইবেন।

[illegible]
২য় শ্রেণীর [illegible]

[illegible]

[illegible]
এবং [illegible]
প্রতিজ্ঞা ও [illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible]
[illegible] হইবে [illegible]

[illegible] এক [illegible] হইয়াছেন তাহা, এবং [illegible] কি না তাহা [illegible] তাহার নাম প্রকাশ করা [illegible] "কোন এক ব্যক্তি [illegible] আদর হইয়াছে) [illegible] করিয়াছেন "[illegible] দিগের [illegible]
[illegible]

[illegible] সোমপ্রকাশসম্পাদক

[illegible]

[illegible] সোমপ্রকাশে দুই [illegible] [illegible] অবস্থিতকালীন [illegible] [illegible] যে দুর্ভাগ্যের [illegible] [illegible] বছ [illegible] অপ্রাপ্ত [illegible] বিশ্বাসে [illegible]

[illegible] কার্য্যাদি পাঠ্যার্থ হইল [illegible] সুতরাং অধ্য- [illegible] অন্যথা কি [illegible] [illegible] [illegible] উপযুক্ত [illegible] [illegible] যুক্তি বিরুদ্ধ [illegible] না বলি- [illegible] যুক্তিযুক্ত বোধ হয়। যদি [illegible] প্রথা প্রচলিত [illegible] প্রথানুসারে [illegible] [illegible] করিয়া যদি পাঠ্যার্থ [illegible] হবে অপ্রাপ্তবয়স্ক [illegible]

কুমারখালি ত্রিবাটী
[illegible] চট্টোপাধ্যায় শর্ম্মণঃ

সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু।

[illegible] বাগানের [illegible] বাগি [illegible] এক ব্যক্তির বাটীতে [illegible] অতি সত্বর [illegible] গিয়াছে। [illegible] [illegible] কিন্তু [illegible] [illegible] [illegible] আপনার নিকটে আসিয়া [illegible] আবেদন প্রার্থনা ক- [illegible] পুলিস কর্তৃক [illegible] [illegible] বিশ্বাস করিয়া দিন। [illegible] [illegible] দ্বারা [illegible] [illegible] মহাশয়কে [illegible] [illegible] [illegible] কিরূপ ডাকাইতি [illegible] করিলে [illegible]

[illegible] প্রথমতঃ আপনার হস্তাক্ষর অবধি করে, মনুষ্যের আয়াস ও বিশেষ বিবেচনা করিয়া বাঁধিতেছেন তাহা সমাধা না হয় এইরূপ চেষ্টা অধিক হইয়া থাকে, পরন্তু সময় কালে উপযুক্ত রূপ পরিষ্কার জাত না হইলে গৃহস্বামিকে বেদের পড়িতে হয়।

[illegible] চৌকিদারেরা রাত্রিতে [illegible] কার্য্য করিতে পারিতেছে না।

সম্প্রতি এখানে থানার [illegible] মহাশয় আগমন করাতে অত্রত্য লোকেরা শান্তি লাভ আনন্দিত হইয়াছেন। দারোগা মহাশয় অতি ভদ্র ও ধর্ম্মপরায়ণ।

উক্ত দেশবাসী [illegible] শ্রীযুক্ত বাবু [illegible] র [illegible] ভূষণ মহাশয় অল্প দিন এখানে আসিয়াছেন, ইঁহার মধ্যে ইঁহার নামে বেনামি অভিযোগ পত্র জজ সাহেবের নিকটে [illegible] পৌঁছিতেছে।

২৮এ মাঘ ৬৯ সাল }
এলাকা [illegible] পাঠকস্য

সোমপ্রকাশসম্পাদক

মহাশয়েষু!

সম্পাদক মহাশয়! এই [illegible] অন্তর্গত [illegible] নামক স্থানে এক দিন [illegible] হইতে [illegible] [illegible] কেন [illegible] এক প্রকার [illegible] হইতেছে, অবস্থা [illegible] ব্রাহ্মণেরা [illegible] দ্বারা নিমন্ত্রিত [illegible] [illegible] প্রদান করাতে [illegible] [illegible] [illegible] সকলেই [illegible] বলিতেছে [illegible] [illegible] [illegible] [illegible] দ্বিতীয় [illegible] [illegible] উপায়ের জন্য [illegible] [illegible] [illegible] মানসে বর প্রার্থনা করিতেছে। কি [illegible] বোধ হয় আবার [illegible] একটি [illegible] [illegible] পরিগণিত হইবেন [illegible] ভারত [illegible]! কতদিনে তুমি এই কুসংস্কার পাশ হইতে বিমুক্ত হইবে? হে! সভ্য, কতদিনে তোমার [illegible] [illegible] [illegible] হইবে?

১৮৬৯ সাল
২২এ মাঘ

[illegible]
শ্রীচন্দ্রমোহন চক্রবর্ত্তী
[illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু।

[illegible] গিয়াছেন। শুনিলাম যে তাঁহার [illegible] [illegible] বেড়াইয়া [illegible] [illegible] [illegible] কর্ম্ম নাই। কেবল [illegible] গবর্ণমেন্টের [illegible] টাকা গ্রহণ করিতেছেন। না হবে কেন, [illegible] [illegible] টাকায় গবর্ণমেন্টের কোষ [illegible] [illegible]।

[illegible] ছোট আদালতের জজ [illegible] সাহেব আসিয়া এক দিন [illegible] [illegible] [illegible] কিন্তু এক্ষণে আর সে [illegible] নাই। [illegible] সাহেবের [illegible] যে [illegible] একটী প্রজাকে [illegible] দিতে [illegible] [illegible]। না হবে কেন প্রজাদিগের [illegible] [illegible] এবং [illegible] কোথায় [illegible] আসিয়া [illegible] করিবে।

সম্প্রতি এই [illegible] অধীন [illegible] [illegible] ডাকাইতির বাহুল্য হইয়াছে, ২। ৩টি [illegible] ডাকাইতির [illegible] না পাওয়ায় [illegible] এমন [illegible] নাই [illegible] নাই। আমাদিগের [illegible] [illegible] মনে মনে অনুভব করেন যে [illegible] এই [illegible] শাসন করিয়াছেন [illegible] [illegible] কিছুই নয়। [illegible] [illegible] দিয়া [illegible] রাত্রি, রাত্রি [illegible] করিতেছ, তাহা তিনি [illegible] [illegible] [illegible] যে সকল [illegible] অবিশ্বাস [illegible] এক্ষণে [illegible] [illegible] বিশ্বাস করিতেছ [illegible] [illegible] [illegible] [illegible] দেওয়া কর্ত্তব্য।

[illegible] সদর আমিনী ও [illegible] [illegible] [illegible] এবং [illegible] মুনসেফের [illegible] আবেদন হইয়াছে যে তিনি [illegible] মুনসেফের কার্য্য ভার গ্রহণ করেন। তদনুসারে বাবু [illegible] [illegible] কুমারখালি হইতে আসিয়া [illegible] মুনসেফের কার্য্য করিতেছেন। [illegible] [illegible] প্রধান সদর আমিনী এবং [illegible] [illegible] কিন্তু মুনসেফ [illegible] [illegible] মুনসেফীর [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] কুমারখালির [illegible] নিযুক্ত [illegible] [illegible] [illegible] [illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমী[illegible]

মহাশয়! আপনকার ১২ই [illegible] [illegible] দিনের [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] শ্রীমতী [illegible] [illegible] এই [illegible]

[illegible] অর্থ ও [illegible] গৃহীত হইয়াছেন, আমরা এই জীবনে এরূপ দুর্ভাগ্য জন্ম করিয়াছি, এক্ষণে বোধ হইতেছে এরূপ দুর্দ্দিনে [illegible] সভা [illegible] এবং উল্লিখিত উভয় গোপনে পর্য্যবেক্ষণ করিয়াছে। আমাদিগের [illegible] বিশেষতঃ গ্রাম্যবাসিগণ প্রভৃতি ঐ [illegible] সংবাদ পত্র পাঠের [illegible] সমর্থ ও প্রকৃত [illegible] লিপিবদ্ধ হইয়া বঙ্গদেশের দুঃখ উল্লেখ করিতে [illegible] পারি না। এদেশের উন্নতি তাঁহাদিগের যত্ন ভিন্ন হইবার প্রত্যাশা নাই।

এখানকার আবকারি তত্ত্বাবধারক শ্রীযুক্ত বাবু [illegible] প্রথম ডেপুটী মাজিষ্ট্রেট [illegible] অর্পিত হওয়াতে তিনি অকার্য্য [illegible] বিশেষ তৎপর হইয়াছেন। আবি ৮ টাকার পর আর সুরা বিক্রীত হইতে পায় না। [illegible] বাবু [illegible] মহাশয় [illegible] নিয়োগ প্রাপ্ত হইয়াছেন। অধিক পরিমাণে সুরা বিক্রীত হইয়া তদুৎপন্ন ধনে রাজকোষ পূর্ণ হয় আমাদিগের গবর্ণমেণ্টের এইটি আন্তরিক চেষ্টা। [illegible] বাবুর সতর্কতায় যদি সুরা অল্প পরিমাণে বিক্রয় হইয়া তাঁহাদের অভীষ্ট সিদ্ধির ব্যাঘাত জন্মে, তাহা হইলে উক্ত বাবু গবর্ণমেণ্টের নিকট অপ্রতিষ্ঠা লাভ করিলেও করিতে পারেন।

প্রায় [illegible] বৎসর হইল এতন্নগরে একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হইয়াছে। আমাদিগের [illegible] গবর্ণমেণ্ট মাসে মাসে পাঁচ টাকা করিয়া তাহার আনুকূল্য প্রদান করিয়া থাকেন। অবশিষ্ট [illegible] স্থানীয় ভদ্রলোকদিগের নিকট মাসিক চাঁদা দ্বারা সংগৃহীত হয়। [illegible] শ্রীযুক্ত [illegible] সাহেব মহোদয় উক্ত বিদ্যালয়ের গৃহ নির্ম্মাণের জন্য এক কালে বিংশতি মুদ্রা প্রদান করিয়া, মাসে মাসে দুই টাকা করিয়া চাঁদা দিতেছেন। [illegible] সাহেব নিতান্ত শান্ত প্রকৃতি এবং উদার চরিত্র, তিনি বাঙ্গালিদিগের বিশেষ স[illegible] করিয়া থাকেন।

৭। ৮মাস হইল এখানে একটি ছোট আদালত সংস্থাপিত হইয়াছে। শ্রীযুক্ত বাবু বেণীমাধব [illegible] মহাশয় জজের কার্য্য নির্ব্বাহ করিতেছেন। [illegible] বাবুর ন্যায়পরতা এবং বিচারদক্ষতার বিষয় বারান্তরে আপনার পাঠকগণের বিদিত করিব।

মেদিনীপুর সন১৮৬৬,
ফিব্রুয়ারি

একান্ত বশম্বদ প্রবাসি জনস্য

যশোহরের ছোট আদালত।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক
মহাশয় সমীপেষু।

এপ্রদেশে ছোট আদালত সংস্থাপিত হইয়া লোকের অনেক সুবিধা হইয়াছে এবং ঐ [illegible] আদালতের [illegible] কি প্রণালীতে চলিতেছে তাহা জানিবার জন্য বোধ হয় অনেকেরই কৌতূহল জন্মিতে পারে। যশোহর জেলায় সর্ব্বশুদ্ধ ৫টী ছোট আদালত। তন্মধ্যে নিজ যশোহরে একটী, এবং কোটচাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, এবং নড়াইলে অপর ৪টী। সম্প্রতি এই সকল বিচারালয় সংস্থাপিত হওয়াতে এপ্রদেশের যে কত উপকার হইয়াছে, তাহার সংখ্যা নাই। এতদ্দেশীয় পল্লী মধ্যে গবর্ণমেণ্টের বিচারালয় এবং তৎসংক্রান্ত পুলিশের কর্ম্মচারী উকিল প্রভৃতির অধিবাসে নিকটবর্ত্তী লোক সমূহের বহু পরিমাণে জ্ঞানাধিক্য হইয়াছে, সুতরাং নিম্ন শ্রেণীর লোকের প্রতি তালুকদার, জমিদার, মহাজন ও অন্যান্য কর্ম্মচারির দৈনিক শত শত অত্যাচার কমিয়া আসিতেছে। নীলকরেরাও নিজ প্রজা পীড়নে অনেক বাধা পাইয়াছে। ঝিনাইদহ ও মাগুরা কুষ্টীয়া এবং নড়াইলের বাবুদিগের অনেক অন্যায় প্রভুত্ব রহিত হইয়াছে। পূর্ব্বে প্রজারা ক্ষুদ্র ব্যাপার আদালতে নালিশ করিত না। পূর্ব্বে এই রূপ ছিল, কেহ টাকা কর্জ্জ করিয়া পরিশোধ না করিলে অথবা দোকানদারের নিকটে জিনিস লইয়া মূল্য না দিলে তাহারা জমিদারের নিকট অভিযোগ করিত। কিন্তু জমিদারের নায়েব প্রভৃতি উভয়ের নিকট কিঞ্চিৎ কিঞ্চিৎ গ্রহণ করিয়া গোলযোগে সারিয়া দিতেন। আদালতে উপস্থিত হইলে অর্থ ব্যয়, শারীরিক কষ্ট, কর্ম্মের ক্ষতি অধিকন্তু ৯ মাস ৬ মাস ক্লেশ ভোগ করিত। এই ভয়েই দুর্ব্বলেরা সবলের দ্বারা পীড়িত হইলেও আদালতে গবর্ণমেণ্টের সাহায্য প্রার্থনা করিত না, এত কষ্টের পর ডিক্রি প্রাপ্ত হইলে সে ডিক্রি জারি হইবার সম্ভাবনা ছিল না। কখন বা মোক্তারের কখন বা আমলা লোকদের যোগযোগ এবং কখন বা, বিচারপতিদিগের অনবধানতা এই সকল কারণে ডিক্রি জারির পক্ষে ব্যাঘাত জন্মিত, অধিকন্ত ২০।২৫ বৎসরের ডিক্রি জারির নথিতে প্রায় লোকের ও সদর আমীনের কাছারি পরিপূর্ণ হইয়াছে। কিন্তু ছোট আদালতে এই সকল কষ্ট একেবারেই নাই। এমন অনেক মোকদ্দমা হইতেছে যাহা নালীশের দিন হইতে ১০ দিনের মধ্যেই ডিক্রি হইয়া তাহা জারি দ্বারা সমস্ত টাকা আদায় হইয়া যাইতেছে। ইহাতে সাধারণের অনেক উপকার হইয়াছে। কিন্তু সম্পাদক মহাশয়! যশোহর ছোট আদালত ব্যতিরিক্ত অন্যান্য কয়েকটী আদালতে যেরূপ সাধারণ বিচার হয় তাহা দেখিয়া সেই সকল বিচারের পর একটী আপিলের বিধি হওয়া অত্যন্ত আবশ্যক বোধ হইতেছে। নড়াইলের জজ এক্ষণে ৩ মাসের বিদায় লইয়া বসিয়া আছেন, তাঁহার কার্য্যের ভার আমরা জজ সাহেব বাহাদুরের উপর আছে। কিছু দিন অতীত হইল তিনি নড়াইল যাইয়া প্রায় ১০০ মোকদ্দমা নিষ্পত্তি করিয়া আসিয়াছেন। ঝিনাইদহের জজ শ্রীযুক্ত লিয়্[illegible] সাহেব কার্য্যের বেগোছ দেখিয়া পলাইবার রক্ষা পাইয়াছেন। মাগুরার জজ সাহেব ঐ কার্য্য সম্পাদন করিতেছেন।

এবং সুজনগালী বিষয়ে আমাদি-

[illegible]

[illegible] দিতে [illegible] ও ১০ আনা [illegible] এই প্রথা আইনে বিনা-বাদ [illegible] আছে। [illegible] ১ টাকা [illegible]

... হইয়াছে ... ইহা ... জাতি- ... এক্ষণে ... সম্প্রদায়ের ...

... বিদ্যাসাগর মহাশয়ের ... প্রচার ... বিবাহ ... অর্থ ... একটি ... পবিত্র ...

... উপল- ... কার্য্য বাবু ... প্রধান। ইঁহার ... হইয়াছি। ইঁহি ... ও ... বটেন। ... সভা স্থাপিত ... ইহা ... ঠিকানা ... করেন এবং ... জাহাজে ... এক জন ... মনে ... ইহা ... শুনিয়া ... প্রার্থনা ... বলিয়াছেন ... রক্ষিত করেন। ... অবশ্য কর্ত্তব্য ...

... সম্পাদক ...

মহাশয় !

... সম্প্রদায়ের ... বিবাহ ... প্রাচীন সম্প্রদায়ের মধ্যে ... গ্রহণ করিয়া ... বলিতে ... কর্ত্তব্য ... আপনার ... হইবে। ... সম্পাদক মহা- ... বোধ ... তবে ... সেই ... কেমন ... করিতেছেন। কিন্তু ... নাই ... তাহাদের সহিত ... এবং ... করিয়া ... করিতেছে। ... হইয়াছে সেই ...

মেদিনীপুরে একটি বিধবা বিবাহ হইয়া গিয়াছে। বরের যথার্থ নাম ... বাবু, তিনি মেদিনীপুর বাঙ্গালা বিদ্যালয়ের তৃতীয় শিক্ষক শ্রীযুক্ত বাবু হরনাথ রায় আন্তরিক বন্ধু সহকারে সর্ব্ব প্রথমে এই মেদিনীপুরে আপন কনিষ্ঠ সহোদরের বিবাহ দেন; বিবাহ দিয়া সমাজচ্যুত হওয়াবধি, তিনি পরিবারের গঞ্জনা ও গ্রামস্থলোকের ভর্ৎসনা এবং জ্ঞাতি কুটুম্বের দণ্ডপ্রদানাদি সহ্য করিয়া অতি কষ্টে নানাপ্রকার বিঘ্নরাশি অতিক্রম করিয়া প্রায় দেড় বৎসর কাল অতিবাহিত করিলেন। হরনাথ বাবু অর্থলোভে অথবা অন্য প্রকার প্রত্যুপকার প্রত্যাশায় এই কার্য্যে প্রবৃত্ত হন নাই। তিনি কেবল দেশের উপকার সাধনোদ্দেশেই এই কার্য্যে প্রবৃত্ত হইয়াছিলেন। ভারতবর্ষ এই রূপ মহৎ ব্যক্তিদের নিকটেই অধিক প্রত্যাশা করিয়া থাকেন সন্দেহ নাই। ইনি যখন এই মহৎ কার্য্যে প্রবৃত্ত হইবার ইচ্ছা প্রকাশ করেন, তখন ইঁহার প্রধান আত্মীয় শ্রীযুক্ত বাবু কেদারনাথ দাস ইহার উত্তম পোষক হইয়াছিলেন। পরে কর্ম্ম শেষ হইলে, যখন বিরুদ্ধ সভাসদেরা ষড়যন্ত্র করিয়া উঠিল সেই অবসরেই শ্রীযুক্ত কেদার বাবু ইঁহাকে পরিত্যাগ করিয়া প্রায়শ্চিত্ত করিয়া জাতিতে উঠিলেন। কেদার বাবু এক জন ভদ্রসুশিক্ষিত লোক। এক্ষণে ইনি, অম্বরা পেটীকোর্ট দেড় শত টাকা বেতনে হেড কেরাণীর পদে নিযুক্ত আছেন। ইনি ইংরেজের কাছারির মধ্যে এক জন প্রধান লোক। এবং অনেকেই ইঁহার অনুগত। ইনি যে, কি অভিপ্রায়ে প্রায়শ্চিত্ত করিলেন, তাহা আমরা বলিতে পারি না। ইতি পূর্ব্বে কেদার বাবু ব্রাহ্মসমাজেও যাইতেন এবং সকলের নিকট ব্রাহ্ম বলিয়াও পরিচয় দিতেন কিন্তু প্রায়শ্চিত্ত করিয়া অবধি, তিনি এখন প্রাচীন সম্প্রদায়ের মধ্যে প্রবিষ্ট হইয়াছেন, আর ব্রাহ্মসমাজে বড় যান না। বরং মধ্যে মধ্যে গোঁড়াদের হরিসংকীর্ত্তনের দলেই অধিক উৎসব প্রকাশ করিয়া থাকেন। সংকালে যে মেদিনীপুরের বিধবা বিবাহের সংবাদ আপনার সোমপ্রকাশে প্রকাশ করা হয়, তৎকালে ... বাবুর গুণ সবিশেষ না জানিয়াই তাহার প্রশংসা লিখিয়া আপনার সোমপ্রকাশকে অপবিত্র করা হইয়াছিল। যাহা হউক, এক্ষণে বিধবাবিবাহে প্রবৃত্ত হইয়া, জাতি, কুটুম্বাদি কর্ত্তৃক পরিত্যক্ত হইয়া হরনাথ বাবুর যে কষ্ট হইতেছে সে বিষয়ে শ্রীযুক্ত বিদ্যাসাগর মহাশয় প্রভৃতির কিছু সাহায্য করা আবশ্যক। এক্ষণে আমরা কায়মনোবাক্যে প্রার্থনা করিতেছি, জগদীশ্বর হরনাথ বাবুকে দীর্ঘজীবী করুন এবং হরনাথ বাবু যে রূপ উৎসাহ সম্পন্ন হইয়া সাহস অবলম্বন পূর্ব্বক এই কার্য্যে প্রবৃত্ত হইয়াছেন সেইরূপ যেন শেষ পর্য্যন্ত রক্ষা হয়, ইহাই আমাদের প্রার্থনা।

১৮৬৭। ২রা অক্টোবর
মেদিনীপুর। কস্যচিৎ যথার্থবাদিনঃ

প্রাপ্ত মূল্য।

শ্রীযুক্ত বাবু ... সেন ... ১২৬৮ ... হইতে ... পর্য্যন্ত ...

" ... রাজনাথ রায়। ... ১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত ...
" " দুর্গাচরণ দাস ... ১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত ...
" " ... রায় ... ১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত ...
" " মদনমোহন ... ১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত ...
" " চন্দ্রকান্ত সেন ... ১২৬৮ পৌষ হইতে ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত ৫,
" " মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ... ১২৬৯ ফাল্গুন হইতে ৭০ শ্রাবণ পর্য্যন্ত ৭,
" " ... কবিরাজ ... ১২৬৯ ফাল্গুন হইতে ৭০ শ্রাবণ পর্য্যন্ত ...

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটী

নিয়মের নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে মফস্বলে সোমপ্রকাশ প্রেরণ করা যায় না।

ইহার অগ্রিম মূল্য বার্ষিক ১০ এবং ষাণ্মাসিক ৫॥ টাকা, ছয় মাসের ন্যূনে মূল্য লওয়া যায় না।

যাঁহারা সোমপ্রকাশের মূল্য স্ট্যাম্প টিকিট পাঠান তাঁহারা এক আনা, আধ আনার অধিক মূল্যের ও রসীদের টিকিট না প্রেরণ করেন।

যখন যিনি মফস্বল হইতে সোমপ্রকাশের মূল্য পাঠাইবেন তাহা যেন রেজিষ্টরি করিয়া দেন।

পূর্ব্বপ্রদত্ত মূল্যের কাল অতীত হইলে মূল্য পাঠাইতে কেহ যেন অনর্থক বিলম্ব না করেন।

যাঁহাদিগের মূল্য দিবার সময় অতীত হইয়া যাইবে, সপ্তাহ সময় প্রতীক্ষা করিয়া, প্রথমে সোমপ্রকাশে প্রচার করিয়া তাহার পর চিঠি লিখিয়া জানান হইবে, যদি তাহাতে কোন উত্তর অথবা মূল্য না পাওয়া যায় কাগজ বন্ধ হইবে। মূল্যের নিমিত্ত চিঠি বেয়ারিং পাঠান হইবে। কলিকাতা সংস্কৃত কালেজে আমাদিগের নামে চিঠি আসিলে আমরা শীঘ্র পাইব।

যাঁহারা যখন সোমপ্রকাশ পরিত্যাগ করিবেন ইচ্ছা হইবে চিঠি লিখিয়া না জানাইলে তাহা গ্রাহ্য করা যাইবে না।

কেহ সোমপ্রকাশে বিজ্ঞাপন দিতে ইচ্ছা করিলে তাঁহাকে প্রথম বার প্রতি পংক্তি ৶০ আনা দ্বিতীয় বার ৵১০ আনা তৃতীয় বার ৵০ আনা দিতে হইবে। তাহার পর ১২॥০ টাকা কমিসন বাদ দেওয়া যাইবে।

মফস্বলের যাঁহারা গ্রাহক হইবেন, তাঁহাদিগের স্বতন্ত্র ডাকমাশুল দিতে হইবে।

এই পত্র কলিকাতার পূর্ব্বদিগবর্ত্তী ... মৌ ... শ্রী ... চাঙ্গড়িপোতায় শ্রীদ্বারকা ... কর্ত্তৃক ...

সোমপ্রকাশ

" সমর্থনীয় মন্ত্রিণাং হিতায় পার্থিবঃ অস্বস্তী মুনিমতী ন দীর্ঘবা। "

৫ ভাগ। ১৬ সংখ্যা। { সন ১২৬৯। ১৭এ ফাল্গুন। ইং ১৮৬৩। ২ মার্চ্চ। { সাপ্তাহিক

সোমপ্রকাশের অবয়ব বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞাপন।

আজি অবধি সোমপ্রকাশের আর এক ফরমা বৃদ্ধি হইল। অতঃ পর যাঁহারা যাণ্মাসিক মূল্য দান করিবেন, তাঁহাদিগকে ৫॥০ সাড়ে পাঁচ টাকা দিতে হইবে, বার্ষিক অগ্রিম মূল্য (১০ টাকা) অপরিবর্ত্তিত রহিল। মফস্বলের গ্রাহকদিগকে স্বতন্ত্র ডাক মাশুল দিতে হইবে। বার্ষিক ডাক মাশুল ৫।০ স্থির, কিন্তু যাঁহারা মূল্য প্রেরণ সংক্রান্ত চিঠি রেজেষ্টরী করিয়া দিবেন, তাঁহারা তাহার ব্যয় (চারি আনা) বাদ পাইবেন। যাঁহারা স্বতন্ত্র ডাক মাশুল দিতে অসমর্থ হইবেন, জানাইবেন, আমাদিগের হৃৎপ্রত্যয় হইলে তাঁহাদিগকে মাশুল দিতে হইবে না

বিজ্ঞাপন।

ফরিদপুর জিলার অন্তঃপাতী বাটকেমারি মহম্মতপুর নামে যে পত্তনি তালুক আছে, তাহা দরপত্তনি দেওয়া অথবা বিক্রয় করা যাইবে। যাঁহার সেই তালুক দরপত্তনি লইবার অথবা ক্রয় করিবার ইচ্ছা আছে, তিনি কলিকাতায় জার্ডন স্কিনর কোম্পানির নিকটে আবেদন করিলে সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিবেন।

বিজ্ঞাপন।

রামবাবু, হরু ঠাকুর, রাসু নৃসিংহ, গৌর কবিরাজ, নিত্যানন্দ বৈরাগী কৃষ্ণমোহন ভট্টাচার্য্য প্রভৃতি প্রাচীন কবিওয়ালাদিগের উত্তম উত্তম গানগুলি সংগৃহীত ও একত্রিত করিয়া মুদ্রিত করা গিয়াছে। পুস্তকের মূল্য ১ এক টাকা মাত্র।

কলিকাতা।

বহুবাজার ষ্ট্রিট ৭৬ নং বাটী।

শ্রীযদুগোপাল চট্টোপাধ্যায় এবং কোং

বিজ্ঞাপন।

মৃত মহাত্মা মদনমোহন তর্কালঙ্কার প্রণীত বাসবদত্তা গ্রন্থ কেহ ছাপাইতে পারিবেন না। কারণ তদীয় পিতৃব্য ৺ রামরত্ন ভট্টাচার্য্য মহাশয়কে উক্ত পুস্তক তিনি দান করিয়াছেন। তৎসূত্রে আমরা তাঁহার পিতৃব্যের উত্তরাধিকারী বর্ত্তমান আছি। আমরা ভিন্ন বাসবদত্তার দান বিক্রয়ের স্বত্বাধিকার অন্য কাহারও নাই। অতএব শ্রীযুক্ত বাবু রামদাস সেন মহাশয় শিথিল প্রযত্ন হউন এই আমাদিগের অনুরোধ।

শ্রীরামলাল চট্টোপাধ্যায়

১২৬৯। ৯ ফাল্গুন কুমিরা

বিজ্ঞাপন।

ডাক্তর হানিগ বর্গার সাহেবের প্রসিদ্ধ হোমিওপ্যাথিক ডিস্পেন্সরি একণে ধর্ম্মতলা বাজারের উত্তরে সাহাজাদার মসজিদের নিকট পশ্চিমে কসাইটোলা ষ্ট্রিটের ৩৩ নং বাটীতে স্থাপিত হইয়াছে। যাঁহার ঔষধ কিম্বা হোমিওপ্যাথি রোগের চিকিৎসার প্রয়োজন হইবেক উক্ত বাটীতে আমার নিকট আইলে অথবা সংবাদ পাঠাইলে অবিলম্বে এবং অল্প মূল্যে ঔষধ চিকিৎসা ও ডা...
...দের বহি পাইবেন ইতি

সোমপ্র...

১৭এ ফা...

কলিকাতা সংস্কৃ...
...বিক প্রভৃতি অধ্যাপ...
তাঁহাদিগকে এবিষ...
কেন? আজি এই ...
উপস্থিত হইয়াছে।
কিন্তু ইহার মীমাংসা
একটী বিবেচনীয় বি...
হার এক পক্ষে যুক্তি,
অন্য সংস্কার, এ উভয়ে...
যুক্তি কাহারো প্রতি...
রুদ্ধ করিতে কহিতে...
সংস্কার সকলকে ...
তেছে না। ...
বলা যায়? আজি কাল...
রূপ একাধিপত্য ...
তেছে, তাহাতে প্রত্যা...
পষ্ট ব্যক্ত হইবে, ...
লক্ষিত হইতেছে না। ...
হার পূর্ব্বে কালেজে...
তাঁহার কার্য্যও যুক্তি...
তেছে।

প্রথম যখন সংস্কৃ...
হয়, তৎকালে ব্রাহ্মণ...

রবার ... কের উচিত বিবেচনা হইয়াছে সন্দেহ
টেঁস ... নাই।

২ ০। পশ্চাৎ
রবিবারের কালেজ
হয়। যখন নিয়ম
বার উদ্ঘাটিত হই
রার আংশিক রুদ্ধ
ও নৃশংস ব্যবহার
বেবেচনা কী.। আর
দ্রের বেদপাঠ নিষেধ
গজে বলিয়া তৎপা
। কিন্তু যখন সেই
কাহংহ প্রভৃতিকে
সেকিকে লওয়া না
। শূদ্রের পদ স্পর্শ।
ষ্ঠানাতিরেক করেন
নীচে হউক, আর
উভয় স্থলেই তুল্য
বনা। যাহা হউক;
। প্রভৃতি ... একটী
উপ... ন হইয়াছে,
মেণ্টের নিক্ষেপ

—

কয়া উত্তর পশ্চিমা
র্ণের পদের যথেষ্ট
সিতেছিলেন। ইহা
থকে, কেহ হারিও
বা অন্যকে ঐ পদ
ছেলেন। আমরা নি
বর্ষীয় প্রধান কৌন্সি
বয়ন্তিক সভ্য হারিও
র প্রাপ্ত হইয়াছেন।
এদেশে অনেক দিন
জল বায়ুর অনেক বিধ
ছেন; তাঁহার কার্য্যেও
ছে। অতএব তাঁহাকে
পদ দান করা গবর্ণমে

—

কন্যা বিক্রয় নিষেধক একটী আইন হওয়া উচিত।

এদেশের উন্নতির অন্তরায় গণনা করিতে গেলে বহুবিবাহ প্রধান পদ লাভ করিবে সন্দেহ নাই। এই কুৎসিত প্রথা নিবন্ধন এদেশের যে যে অপকার হইতেছে, অনেকে অনেক বার তাহার গণনা করিয়াছেন, তাহা এক প্রকার পুরাতন হইয়া গিয়াছে, তদ্বিষয়ে আমাদিগের নূতন বক্তব্য নাই। বিদ্রোহ ঘটনার পূর্ব্বে এই জঘন্য প্রথার উন্মূলনার্থ এক বার চেষ্টা হইয়াছিল, কিন্তু তাহাতে ফলোদয় হয় নাই। সম্প্রতি এদেশীয় এক জন প্রধান সমাজ সংস্কারক পুনরায় এবিষয়ে হস্তক্ষেপ করিয়াছেন এবং ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার অন্যতর সভ্য এতৎসংক্রান্ত এক বিল ব্যবস্থাপক সভায় উপস্থাপিত করিবেন, অঙ্গীকার করিয়াছেন। আমাদিগের দেশের লোকেরা রাজসহায়তার অপেক্ষা না করিয়া স্বয়ং সমাজ দোষ সংশোধন করিবেন, অদ্যাপিও এরূপ আশার অবকাশ হয় নাই। রাজবিধি দ্বারা বলপূর্ব্বকই ইহাদিগকে তদ্বিষয়ে প্রবর্ত্তিত করিতে হইবে। এ বিষয়টী অন্য অন্য বিষয়ের ন্যায় ধর্ম্মসম্বন্ধ নয়। অতএব ইহাতে হস্তক্ষেপ করিয়া সাধারণ প্রজার বিদ্বেষভাজন হইবার সম্ভাবনা নাই। বহু বিবাহ নিষিদ্ধ হইলে কেবল যে আমাদিগের সমাজ একটী মহত্তর অপকর্ষ হইতে মুক্ত হইবে এরূপ নয়, অনেকসংখ্য হতভাগ্য রমণী অসহ্য যন্ত্রণার হস্ত হইতে পরিত্রাণ পাইবেন সন্দেহ নাই। সেই যন্ত্রণা একবিধ ও একজাতীয় নহে। অনেকে এক কালে স্বামি সৌভাগ্য ও সংসার সুখে বঞ্চিত হয়। অনেকে চিত্ত দৌর্ব্বল্য হেতু আপনাকে ও পিতৃ কুলকে চির কলঙ্কিত করে। সেই সেই হতভাগ্যাদিগের জন্য পিতামাতাকে অসংখ্য ক্লেশ ভোগ করিতে হয়। অদ্য আমাদিগের এবিষয়ের প্রসঙ্গ করিবার উদ্দেশ্য এই, এই সঙ্গে সঙ্গে কন্যা বিক্রয় নিষেধক একটী আইন করা আবশ্যক।

বহু বিবাহের ন্যায় কন্যা বিক্রয় বিষয়েও রাজ হস্তক্ষেপ অবৈধ হইতেছে না। সমাজের অনিষ্ট ও নিকর্ষকারিতা পক্ষে বহু বিবাহের ন্যায় ইহারও বিলক্ষণ সপক্ষতা আছে। ইহা কেবল হিন্দুশাস্ত্র প্রতিষিদ্ধ নয়, এদেশীয় ভদ্রলোকদিগেরও নিতান্ত বিদ্বিষ্ট। যে বিষয়ে অধিকাংশ লোকের ও ধর্ম্মের বিদ্বেষ আছে, তদ্বিষয়ে হস্তক্ষেপ করিয়া বিরাগ ভাজন হইবার সম্ভাবনা কি? কন্যা বিক্রয়ের দোষ এক গুণ নহে। প্রথম, পিতামাতা কন্যাকে অর্থ লোভে গো মেষ মহিষের ন্যায় বিক্রয় করেন, কিন্তু সেই বিক্রয় যে কতদূর যুক্তিসিদ্ধ, তাহা আমরা বুঝিতে পারিতেছি না। দ্বিতীয়, পিতামাতার কন্যার উপরে প্রভুত্ব আছে যথার্থ বটে কিন্তু সেই প্রভুত্ব বলে এক স্বাধীন জীবকে স্বেচ্ছামত বিক্রয় করা কিরূপে সঙ্গত হইতে পারে? যাহারা কন্যা বিক্রয় করে, তাহাদিগের বরের রূপ গুণ ও অর্থ সঙ্গতির বিষয় বিবেচনা করা নাই, পরিণামে কন্যার কি দশা হইবে, তাহাও এক বার বিবেচনা করা হয় না, যে অধিক টাকা দিতে পারে সেই বিক্রেতার প্রিয় পাত্র হয়। একটী প্রসিদ্ধ কথাই আছে, কন্যা বিক্রয়কারিগণ কন্যা জন্মিলে তাহার এক তালুক লাভ হইল, জ্ঞান হয়।

কন্যা বিক্রয়কারিরা সচরাচর যে সকল ব্যক্তির হস্তে কন্যা সমর্পণ করে, তাহার দুই একটী উদাহরণ প্রদর্শিত হইতেছে, তদ্দ্বারাই ইহার অনর্থকারিতা পরিস্ফুট রূপে পাঠকগণের হৃদয়ঙ্গম হইবে। বোধ কর এক ব্যক্তির ৫ বিঘা মাত্র ভূমি জোতজমা ছিল। সে তাহা বিক্রয় করি

...া বিবাহ করিল। তাঁহার যত উপার্জ্জন ক্ষমতা, বিদ্যা ও বুদ্ধি, এক তুমি বিক্রয় দ্বারাই সে সমুদায়ের পরিচয় হইল। তাহার নিজের উপার্জ্জন ক্ষমতা নাই; তাহার যে পৈতৃক সঞ্চিত যৎকিঞ্চিৎ অ...ন্নের সংস্থান ছিল, তাহাও গেল। এখন সে কি রূপে আপনার ও পরিবারের প্রতি পালন করে? কিরূপেই বা তাহার সন্তান সন্ততির লেখা পড়া হয়? উহারা যে পরিণামে পরের গলগ্রহ হইয়া উঠিবে, তদ্বিষয়ে সন্দেহ কি? ফলতঃ এইরূপে যে বিবাহ নির্ব্বাহ হয়, তজ্জাত সন্তানগণের প্রায় লেখা পড়া হয় না। তাহারা পৈতৃক সম্পত্তির মধ্যে কেবল পিতার নিঃস্বতা ও মূর্খতার অধিকারী হয়। একমূলক নিবিড় মূর্খতা অনেক গৃহকে অধিকার করিয়া আছে, দেখিতে পাওয়া যায়। এতদ্দ্বারা কি প্রতিপন্ন হইতেছে না যে কন্যা বিক্রয় কেবল কন্যার সাংসারিক সুখের কণ্টক নয়, সমাজেরও একটী বিষম কণ্টক স্বরূপ হইয়া আছে। যে কন্যা বিক্রীত হয়, সংসার ধর্ম্মে প্রবৃত্ত হইয়া প্রায় তাহাকে অনন্ত দুরবস্থা ভোগ করিতে হয়, বোধ হয়, অনেকে স্বচক্ষে ইহা দর্শন করিয়াছেন।

অপর, কন্যাবিক্রয় বার্ত্তাশাস্ত্রের এককালে অননুমোদিত। বার্ত্তাশাস্ত্র সকলকে শ্রম করিয়া জীবিকা অর্জ্জন করিতে কহে, কিন্তু কন্যা বিক্রয়কারির তাদৃশ জীবিকা অর্জ্জনে প্রয়োজন হয় না। কন্যাই তাহাদিগের জীবিকা, কন্যাই তাহাদিগের সম্বল। যে কন্যা বিক্রয়ের এত দোষ, তন্নিবারণার্থ রাজ বিধির দারুণ হস্তাবলম্বন কি আবশ্যক নয়? উপসংহার স্থলে আমরা ব্যবস্থাপকগণকে এই মাত্র অনুরোধ করিতেছি, তাঁহাদিগের কন্যা বিক্রয়ের অন্যান্য দোষানুসন্ধানে প্রয়োজন নাই, তাঁহারা কেবল এই বিষয়টী বিবেচনা করুন, পিতামাতার লোভ প্রবৃত্তির চরিতার্থতার নিমিত্ত কন্যার যাবজ্জীবন সাংসারিক সুখে বিসর্জ্জন হয় কেন? তাদৃশ কন্যাগণ আমাদিগের সমাজ সংকর্ত্তা ও ব্যবস্থাপকগণের কি কৃপার পাত্র নহে? আমরা প্রতীক্ষা করিয়া রহিলাম, বহু বিবাহ বিলের পরেই যেন কন্যা বিক্রয় বিল ব্যবস্থাপক সভায় প্রবেশিত হয়।

ভারতবর্ষের শ্রীবৃদ্ধির প্রকৃত পথ কি?

আজি কালি "ভারতবর্ষে ভারতবর্ষ শাসন" ও "ভারতবর্ষের শ্রীবৃদ্ধি সাধন" এই দুটী মনোহর বাক্য অনুক্ষণ আমাদিগের শ্রবণ গোচর হইতেছে। অনেকে ব্যাধের মধুর সংগীত দ্বারা মৃগবশীকরণের ন্যায় এই দুই মনোহর বাক্যের পুনঃ পুনঃ উচ্চারণ দ্বারা লোককে মোহিত করিয়া স্বার্থ সাধন করিতেছেন। অধিক ক্ষোভের বিষয় এই, ভারতবর্ষের শ্রীবৃদ্ধি সাধনের প্রকৃত পথের আবিষ্করণে অল্প লোককে উন্মুখ দেখা যাইতেছে। ভারতবর্ষের শ্রীবৃদ্ধি সাধনের প্রকৃত পথ কি, তন্নির্ণয়ে প্রবৃত্ত হইতে হইলে, অগ্রে ভারতবর্ষ শব্দের অভিধেয় নির্ণয় আবশ্যক। এস্থলে ভারতবর্ষ শব্দে ভারতবর্ষ বাসী লোক বুঝাইতেছে। ভারতবর্ষে এক্ষণে অনেকবিধ লোকের বসতি হইয়াছে, সে সমুদায়ই ভারতবর্ষ শব্দের বাচ্য সন্দেহ নাই। কিন্তু যখন শ্রীবৃদ্ধির অন্বেষণ করা হইতেছে, তখন তাহাদিগের মধ্যে যাহাদিগের শ্রীবৃদ্ধির অল্পতা আছে, তাহারাই এস্থলে ঐ শব্দের মুখ্য অর্থ। এইরূপে মুখ্যার্থ গ্রহণ করিলে অত্রত্য হিন্দু ও মুসলমানেরাই নিঃসংশয় শ্রীবৃদ্ধির লক্ষ্য হয়, ইউরোপীয় ও আমেরিক প্রভৃতি লক্ষ্য হয় না। কারণ শেষোক্ত ব্যক্তিরা শ্রীবৃদ্ধি শোভিত হইয়া এদেশে আসিয়াছে, বিশেষতঃ এ দেশে তাহাদিগের ভাগ অতি অল্পমাত্র দৃষ্ট হয়। সেই অল্প সংখ্যা লোকের (৫০ বা ৬০ হাজারের) নিমিত্ত অধিকসংখ্য লোকের কার্য্যে বিশৃঙ্খলার [illegible] সেই ১৮ কোটির শ্রীবৃদ্ধির [illegible] সেই ৫০ বা ৬০ হাজারের [illegible] করা হইতেছে।

পতিত ভূমি বিক্রয় হইলে [illegible] শ্রীবৃদ্ধি হইবে, কথা উঠিল; [illegible] বিক্রয়ের নিয়মাবলি প্রকাশিত [illegible] সেই বিক্রয় কার্য্য দ্বারা কিন্তু [illegible] বা ইউরোপীয় কে অধিকতর [illegible] হইলেন? ভারতবর্ষে বাহাদের তুলার চাষ হইলে ভারতবর্ষের [illegible] হইবে, কথা উঠিল; তুলোৎপাদনভূমি অধিকৃত হইল, চাষ আরম্ভ হই[illegible] সম্বন্ধে রাস্তা ঘাট প্রভৃতির নির্ম্মাণ হইতে লাগিল, তাহাতে অধিকতর [illegible] বান কে হইল? ভারতবর্ষীয়েরা [illegible] সম্বন্ধে উৎকর্ষ লাভ করিতে পারেন [illegible] কণ্ট্রাক্ট বিল বিধিবদ্ধ করিলেন, [illegible] সেই [illegible] তাঁহাদিগের [illegible] এই ভাণ করিয়া তাহা বিধিবদ্ধ [illegible] চেষ্টা হইল, যৌটস্নেকেটারি [illegible] ভিগামী হইলেন, তৎক্ষণাৎ পদচ্যুত করিবার উদ্দেশে "[illegible] ভারতবর্ষ শাসন" রব উঠি[illegible] চেষ্টা হইতে লাগিল, যদি [illegible] সফল হয়, কে তদ্দ্বারা অধিক[illegible] বান্ হইবেন? ভারতবর্ষে [illegible] ভির সহিত প্রজার সমা বিরোধ [illegible] স্থলে ছোট আদালত হইলে ভার[illegible] শ্রীবৃদ্ধি হইবে, আশা হইল; স্থানে ছোট আদালত প্রতিষ্ঠিতও হই[illegible] তদ্দ্বারা কে অধিকতর [illegible] সিবিল সর্ব্বিসের পরীক্ষার স্থান করিয়া ইংলণ্ডে তদনুষ্ঠান রীতি হইলে ভারতবর্ষের শ্রীবৃদ্ধি হই[illegible] হইল; তৎপ্রথা তথায় প্রবর্ত্তিত তদ্দ্বারা কে সমধিক লাভবান্

এস্থলে অনেকে

, ইউরোপীয়েরা কি এদেশীয়দি-
উল্লিখিত বিষয়ের ফল ভোগ ক-
দিবার নিষেধ করিয়া রাখিয়াছেন? কেহ
ীয়দিগের সাক্ষাৎসম্বন্ধে তত্তৎ বি
ক্রম ভার নিষেধ করেন নাই যথার্থ
কিন্তু পরম্পরা সম্বন্ধে নিষেধ করা
হে ইউরোপীয়েরা এদেশীয়দিগের
অনেক বিষয়ে প্রাধান্য লাভ করি
র, তাহাদিগের ধর্ম ও আচার ব্যবহা
 ধর্মবিরুদ্ধ তাঁহাদিগের অনেক
 াছে; অতএব তাঁহাদিগের সহিত
 দিগের প্রতিযোগিতা হইলে এদে
 যে ফলভোগে বঞ্চিত হইবেন স
? ভদ্ভিন্ন কতকগুলি বিষয় কেবল
াপীয়দিগের সুবিধা উদ্দেশ করিয়াই
ইয়া থাকে, তদ্দ্বারা এদেশের আনু
 যে যৎকিঞ্চিৎ উপকার লাভ হয়,
।

যে বিষয় দ্বারা এ দেশের শ্রীবৃদ্ধি
বনা আছে, তত্তদ্বিষয়ে এ দেশী
সাক্ষাৎ সম্বন্ধে প্রবর্ত্তিত করা,
; সেই বিষয়ে ইঁহাদিগকে শিক্ষা
হ দেওয়াই এদেশের শ্রীবৃদ্ধি সা
প্রকৃত পথ। এদেশে রেলওয়ে হই
কন্তু এদেশীয়েরা আরোহণাদিরূপ
সামান্য ফল বিনা মুখ্য ফল ভোগে
ারী হইতে পারেন নাই; রেলওয়ে
দেশে হয় নাই, ইহাঁরা কল প্রভৃতির
ও চালনাদি বিষয়ে তখন যেমন অন
ছিলেন, এখনও সেইরূপ রহিয়া
১১। ১২ বৎসর হইল, এদেশে
 হইয়াছে, এপর্য্যন্ত এদেশের
লোকে কয় খান কল প্রস্তুত করি
এদেশের কয় জন লোকে শকট
াছেন? এদেশের কয় জন লোকে
ক শিখিয়াছেন? একে ত এদে
 সহজে আলস্য শয্যা পরিত্যা
শ্রমসাধ্য কার্য্যে ব্যাপৃত হইতে
, তাহাতে আবার কাহার উৎ

সাহ দেওয়া নাই, প্রত্যুত অনুৎসাহ দেও আছে। এদেশীয়েরা তত্তৎকার্য্যে সমর্থ হই বেন না বলিয়াই অনেকে সিদ্ধান্ত করিয়া রাখিয়াছেন। যাহার বুদ্ধি আছে, তাহাকে শিখাইলে শিখিতে পারে না, এ কিরূপ কথা? শিক্ষা ও কাজ না করিলে কি কখন কাহার বুদ্ধি মার্জ্জনা, শরীর পাটব, সাহস ও বল বীর্য্যাদির বৃদ্ধি হয়? রেল গাড়ির কল ও তদুপকরণ ইংলণ্ডে প্রস্তুত হয়, আর এখানে প্রস্তুত হইতে পারে না, ইহা বুঝিয়া লওয়া সহজ নহে। চেষ্টার অসাধ্য কোন্ কর্ম আছে? এদেশে চেষ্টা নাই বলিয়া সমুদায় বিষয়েরই অসঙ্গতি। যাহারা সাঁওতালেরা কি তাহা করিতে সমর্থ? তাহাদিগের সে অসামর্থ্যের কারণ কি? তাহাদিগের শিক্ষা ও চেষ্টা নাই। এদেশে তুলা জন্মিতেছে, কিন্তু সে তুলা ইংলণ্ডে গিয়া সূত্র ও বস্ত্র হইয়া আসিতেছে, গতায়াতের জাহাজ ভাড়া লাগিতেছে; এদেশীয়েরা কেবল মজুরী করিয়া তাহার উৎপাদন করিতেছেন মাত্র, সেই তুলার প্রকৃত ফলভোগী হইতে পারিতেছেন না। এদেশে তুলা জন্মিয়া ইংলণ্ডে চলিয়া গেল, তাহাতে এদেশের কি শ্রীবৃদ্ধি হইল? এদেশীয়দিগের মজুরী লাভ, ইহাই কি স্বাধীন শ্রীবৃদ্ধি? এদেশীয়েরা কি তুলা পরিষ্কার করিবার ও বস্ত্র প্রস্তুত করিবার কল করিতে শিক্ষা করিয়াছেন? ইহাঁরা কি সেই কল দ্বারা বস্ত্র প্রস্তুত করিতেছেন? এদেশে সেই কল প্রস্তুত করিলে এবং ইহাদিগকে সেই কল প্রস্তুত করিতে শিখাইলে কি এদেশের মহীয়সী শ্রীবৃদ্ধি হইত না?

আমরা উপরে উদাহরণস্বরূপ কেবল কয়েকটী বিষয়ের প্রসঙ্গ করিলাম, এদেশীয়দিগকে কাজে প্রবর্ত্তিত করিবার শিক্ষা দিবার অনেক বিষয় আছে, ইহাঁরা যাবৎ সেই গুলি স্বয়ং ও স্বহস্তে সম্পাদন করি

তে সমর্থ না হইবেন, তাবৎ এ দেশের ম...ক শ্রীবৃদ্ধি লাভ সম্ভাবনা নাই। গবর্ণমেণ্টের যে তত্তদ্বিষয়ে শিক্ষাদান ও উৎসাহ দানের ভার, সেকথা বলা বাহুল্য। পিতা পুত্রদিগের শিক্ষাদান ভার গ্রহণ করেন যে পিতা স্বয়ং পণ্ডিত হন, তিনি কখন পুত্রকে অজ্ঞান অন্ধ ও দুরবস্থাপন্ন দেখিয়া নির্বৃত হইতে পারেন না। আমাদিগের গবর্ণমেণ্ট যদি অজ্ঞ হইতেন, আর এদেশীয়েরা শিক্ষা সমর্থ হইতেন, আমরা তাঁহাদিগকে উত্তেজনা করিতাম না। ব্রিটিশ গবর্ণমেণ্ট এ দেশের শিক্ষা, রক্ষা এ... বৃদ্ধি যাবতীয় বিষয়েরই ভারগ্রহণ করিয়াছেন। এখন সেই গৃহীত ভারোচিত কার্য্য না করিলে তাঁহাদিগকে কর্ত্তব্যের অনন...তান জন্য প্রত্যবায় ভাগী হইতে হইবে।

—— . — —

এম, এল, উপাধিধারিরা প্রধানতম বিচারালয়ে ওকালতী করিতে পারিবেন কি না?

সম্প্রতি সর বার্ণেস পিকক এই প্রশ্নটী উত্থাপিত করিয়াছেন, যে সকল ছাত্র বিশ্ববিদ্যালয় হইতে বি, এল, এবং এম, এল উপাধি প্রাপ্ত হইয়া ওকালতি করিতে আসিতেছেন তাহাদিগের উভয় শ্রেণীকে একবিধ স্বত্ব ও ক্ষমতা দিয়া প্রধানতম বিচারালয়ে ওকালতী করিতে দেওয়া উচিত কি না? এই প্রশ্ন উপলক্ষ করিয়া অনেক বি, এল, সমব্যবসায়ী এম, এল, উপাধিধারিদিগের বিরুদ্ধে চিৎকার আরম্ভ করিয়াছেন। তাঁহারা বলেন তাঁহারা প্রথমে বি, এ, উপাধি প্রাপ্ত হইয়া আইনের পরীক্ষা দিয়া বি, এল, উপাধি প্রাপ্ত হন, কিন্তু এম, এলেরা কেবল এম, এ, পরীক্ষা দিয়া ব্যবস্থা অধ্যয়ন করেন। পরীক্ষার নম্বরও সমান নহে। বি, এলদিগের প্রতি বিষয়ে সমুদায়ের অর্দ্ধেক নম্বর লইতে হয়, পক্ষান্তরে এম, এলেরা তৃতীয়াংশ প্রাপ্ত হইলেই প্রশংসা পত্র পাইয়া থাকে

। এদিকে এক বৈলক্ষণ্য কিন্তু ফলাংশে বৈলক্ষণ্য নাই। অতএব সেই ফলাংশে বৈলক্ষণ্য হওয়া উচিত।

এই সকল ব্যক্তির স্বার্থপরতা আমাদিগের চিত্ত বিরাগ উৎপাদন করিয়াছে যথার্থ বটে, কিন্তু আমরা তাঁহাদিগের প্রদর্শিত যুক্তিকে অসঙ্গত বলিয়া স্বীকার করিতে পারিতেছি না। পরীক্ষা অংশে যখন বৈলক্ষণ্য লক্ষিত হইতেছে, তখন ফলাংশে বৈলক্ষণ্য হওয়াও উচিত সন্দেহ কি? পুরস্কার গত ইতর বিশেষ না থাকিলে লোকে সচরাচর অধিকতর শ্রম স্বীকারে উন্মুখ হইবে কেন? ফলতঃ বি, এল ও এল,এল, উভয়ের স্বত্ব ও অধিকার বিষয়ে বৈলক্ষণ্য থাকা অসঙ্গত নয়। কিন্তু এলএলদিগের প্রধানতম বিচারালয়ে ওকালতী করিবার পথ রোধের যে চেষ্টা হইতেছে, আমরা তাহার অনুমোদন করিতে পারিতেছি না। এল, এলেরা যদি প্রধানতম আদালতে নিয়মানুরূপ স্বকর্ত্তব্য সাধন করিতে পারেন, তাঁহাদিগকে বঞ্চিত করা কি রূপে ন্যায়ানুগত হইতে পারে? বি, এলদিগের সম্মানমাত্র শ্রেণী ভেদ করিলেই হইতে পারে।

এস্থানে আমরা এল, এলদিগকে একটী পরামর্শ দিতেছি, তাঁহারা তাহার অনুসরণ করুন। তাঁহারা মফস্বল আদালতে যাউন, তথায় তাঁহাদিগের প্রতিষ্ঠা লাভ ... কারে বিলক্ষণ অর্থ লাভ হইবে সন্দেহ নাই। তথায় অজ্ঞ অথবা অল্পজ্ঞ উকীলদিগেরই একাধিপত্য। এল এলেরা তথায় উপস্থিত হইলে (অজ্ঞ ও অল্পজ্ঞ উকীলেরা) নিঃসংশয় আপনাদিগের রাজত্বকে স্থির পদ রাখিতে পারিবেন না, বিরাজ লাভে প্রজাগণের ন্যায় মওক্কেলেরা বিদ্রোহী হইবে সন্দেহ নাই। মফস্বল আদালত সকলেরও কিঞ্চিৎ আলোক লাভ হইবে।

পতিত ভূমি বিক্রয় সংক্রান্ত আইন।

১৪ ই ফাল্গুনের ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভায় হারিংটন সাহেব পতিত ভূমি বিক্রয় সংক্রান্ত বিল উপস্থিত করিয়াছিলেন। উহা অবিলম্বে বিধিবদ্ধও হইয়াছে। পতিত ভূমি বিক্রীত হইয়া বনপূর্ণ ভূমি পরিষ্কৃত ও তথায় নানাবিধ শস্য ও চা প্রভৃতি উৎপন্ন হয়, গবর্ণমেন্টের এই নিতান্ত অভিলাষ। তদ্দ্বারা ভারতবর্ষের মঙ্গল হইবার সম্পূর্ণ সম্ভাবনা আছে। কিন্তু প্রণালীর দোষে গবর্ণমেন্টের সেই উৎকৃষ্ট মনোরথ সফল হইবার ব্যতিক্রম ঘটিতেছে। লোকে তন্নিমিত্ত তাঁহাদিগের নিকট কৃতজ্ঞ হইতেছেন না। পাঠকগণ কি মনে করিতেছেন, আমরা এই কথা বলিতেছি যে এদেশের অধিকাংশ ভূমি বনপূর্ণ থাকুক? না, আমাদিগের সে ইচ্ছা নয়। আমরাই সমুদয় ভূমি লইব, অন্য জাতিকে বিশেষতঃ ইউরোপীয়দিগকে এদেশে কৃষি কার্য্য করিতে দিব না ইহাও আমরা এক দিনের জন্য মনে করি না। ইউরোপীয়েরা আসুন, কৃষকদিগকে উৎকৃষ্টরূপে কৃষি কার্য্য প্রভৃতির শিক্ষা প্রদান করুন এবং সাক্ষাৎ সম্বন্ধে হউক আর পরম্পরা সম্বন্ধে হউক দেশের ধন ও সৌভাগ্য বৃদ্ধি করুন এ ইচ্ছা কোন্ ভারতবর্ষীয়ের না হইবে? এস্থলে আমাদিগের কেবল বক্তব্য এই, একদেশীয়দিগের উপরে তজ্জন্য অত্যাচার না হয়, এবং গবর্ণমেন্ট নিজে অবিচার না করেন। ২০৭

হারিংটন সাহেবের বিলের মর্ম্ম এই, পতিত ভূমির উপর কাহার স্বত্ব থাকিলে তিনি তাহা বিক্রীত হইবার অনতিপূর্ব্বে জেলার কালেক্টরের নিকটে জানাইবেন। কালেক্টর সে বিষয়ের শীঘ্র (সমারি) বিচার ও নিষ্পত্তি করিবেন। অর্থী যদি তাহাতে অসন্তুষ্ট হন, তাহা হইলে উক্ত আদালতে আপীল করিতে পারিবেন। এই বিচারায় [illegible] তি সেই আপীলের [illegible] দিগের আজাই [illegible] যাহা যদি কোন বিষয় [illegible] বোধ হয়েন, [illegible] কালেক্টর সম গ্রাহক [illegible] ক্রয় হইলে যদি [illegible] করেন, আর তাঁহার [illegible] নিজ ও তাঁহার [illegible] হয়, তথাপি তিনি [illegible] হইবেন না; গবর্ণমেন্ট [illegible] তাহার মূল্য প্রদান করা; [illegible]

যে যে কারণে সম্প্র [illegible] কালিক্টের পতিত ভূমি [illegible] পরিবর্ত্ত করেন, তন্মধ্যে [illegible] একটী প্রধান। উক্ত [illegible] অন্য অন্য সম্পত্তির ন্যায় [illegible] স্বত্বও তামাদি আইনে [illegible] কর্ত্তব্য। হারিংটন সাহেব [illegible] যারা গবর্ণমেন্ট বলেন [illegible] ব্যক্তি টাকা দিয়া ভূমি [illegible] হাতে মূলধন বিনিয়োগ [illegible] বতী করিয়া তুলিলেন [illegible] তাহা হইতে বঞ্চিত হন, [illegible] র অতিশয় কষ্টের হইবে [illegible] যাহার যে সম্পত্তির [illegible] স্বত্ব আছে, সে তাহা [illegible] করিলেও যদি তাহাতে তাহার অধি [illegible] না দেওয়া হয়, সেটী কি তাহার অধি [illegible] কষ্টের হইবে না? তাহা কি যুক্তি [illegible] সঙ্গত ব্যবহার নয়? সর্ব্বদেশে চি [illegible] এই নিয়ম হইয়া আসিতেছে, আ [illegible] যাহার স্বত্ব প্রমাণ হইবে, সে স্বত্ব তাঁ [illegible] কে অবশ্যই দিতে হইবে, তৎপরি [illegible] কিছু লওয়া আর না লওয় তাঁহার [illegible] কোন দেশের কোন ব্যবস্থাপক [illegible] অনাগমোপভোগের প্রমাণ্য [illegible] রেন নাই। ভারতবর্ষীয় গবর্ণমেন্ট [illegible] ব্যবস্থাপক সভা ইচ্ছামত এতৎপরিব [illegible]

[illegible] ভিন্ন [illegible]। কথাযুক্ত [illegible]
[illegible] করিবেন [illegible]
[illegible] হইবে। [illegible]
[illegible] মীমাংসা [illegible] হইয়া [illegible]
[illegible] অথবা [illegible]
[illegible] করিবেন। [illegible]
[illegible] আপত্তি [illegible]
[illegible] আপত্তি [illegible] করিলা
[illegible] আপীল করি
[illegible] করিল, তখন
[illegible] তোমার [illegible]
[illegible] কিন্তু আমি তোমা
[illegible] আমার সে কথা
[illegible] আদালত আ
[illegible] বলিয়া চো
[illegible] দেওয়ানী আদা
[illegible] করিবেন ত? তাহা
[illegible] গবর্ণমেণ্ট কি যুক্তিতে
[illegible] বিক্রয় করিতে
বোধ কর [illegible] প্রবৃত্ত
ক্রয় করিলে সাধারণ লোকের
করিয়া [illegible] গবর্ণমেণ্টের পক্ষে
[illegible] যদি এস্থলে ইহাও বিবেচ
তাহা হইলে যথার্থ অধিকারির প্রমা
সত্য কথা; ক্রেতার অসন্তোষ [illegible]
[illegible] চিরকাল্য লইয়া বাধীনতা.
[illegible] সহজ, অথবা যিনি অ
[illegible] পরের ভূমি ক্রয় করিয়া
মূলধন বিনিয়োগ ও পরিশ্রম
[illegible] তাঁহার সেই বিনিয়োজিত
[illegible] পরিশ্রমের পুরস্কার লইয়া
[illegible] সহজ? ক্রেতা যদি এ অসু
[illegible] করিতে না চাহেন, তাহা হইলে
[illegible] সম্পত্তিক্রয় করিবার পূর্ব্বে বিশে
[illegible] কর্ত্তা এতাবিত ভূমির
[illegible] আছেন কি না? তাঁহার
[illegible] হইলে কি যথার্থ অধিকারী
[illegible] করিবেন? যাহার শ্রম,
[illegible] ক্ষতি হয়, ইহাই আমরা

বহু শুনিয়া আসিতেছি, কিন্তু যাহার শ্রম, তাহার লাভ, অন্যের ক্ষতি একথা আমরা এই নূতন শুনিলাম।

এই বিলের প্রতি আমাদিগের আর এক বিশেষ আপত্তি আছে, "আজিপর্যন্ত আমাদিগের বিচারালয়ের অবস্থা উত্তম হয় নাই। মাজিষ্ট্রেট কালেক্টর প্রভৃতিও অনেক সময়ে পক্ষপাত প্রাদুর্ভাব ও জাতি বৈর প্রেরিত হইয়া কার্য্য করেন আমলাদিগের ত কথাই নাই। টাকা ব্যয় করিলে এক ব্যক্তি অনায়াসে একজনের নামে ডিক্রী লইতে পারেন, অথচ প্রকার্থী ডিক্রীজারির পূর্ব্বে তাহার বিন্দু বিসর্গও জানিতে পারেন না। এরূপ স্থলে গোপনে লোকের সম্পত্তি বিক্রয় হওয়া অসম্ভাবিত নয়। বিশেষতঃ দরিদ্র, বিদেশবাসী, স্ত্রীলোক ও অপ্রাপ্তবয়স্কদিগকে নিঃসংশয় সর্ব্বস্বান্ত হইতে হইবে। অপর, স্বত্বাভঙ্গের মোকদ্দমার বিচার ভার কালেক্টরদিগের হস্তে দেওয়া অত্যন্ত অন্যায়। এতাদৃশ মোকদ্দমা দেওয়ানী আদালতেরই অধিকার। দেওয়ানী আদালত ব্যতিরেকে অন্যত্র এবম্বিধ মোকদ্দমার যথার্থ ও সূক্ষ্ম বিচার হইবার সম্ভাবনা নাই।

ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট এক্ষণে অতিশয় অন্যায় করিতে চলিলেন। কণ্ট্রাক্ট বিল রহিত হইবার পর অবধি তাঁহারা নানা কৌশলে ইউরোপীয়দিগের সহায়তা কার্য্যে প্রবৃত্ত হইয়াছেন, তদর্থ তাঁহারা এতদ্দেশীয়দিগের প্রতি অবিচার করিতেও ভীত ও সঙ্কুচিত নহেন। তাহার এই পক্ষপাত প্রভাবে মোহিত হইয়াই বারবার ইংলণ্ডীয় গবর্ণমেণ্টের স্পষ্ট আজ্ঞা লঙ্ঘন করিতেছেন। যাহা হউক তাঁহারা কি ইহাতে কৃতকার্য্য হইতে পারিবেন? ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট কি তাঁহাদিগের কৃত এই পক্ষপাত দূষিত ব্যবস্থার অনুমোদন করি[illegible] কণ্ট্রাক্ট বিলের ন্যায় কি ইহার দ্বার রুদ্ধ হইবে না? দেখা যাউক, সর চার্[illegible] উড কি করেন।

কলিকাতা ওয়ার্ড।

সমাচার পত্রে দৃষ্ট হইল, কলিকাতা ওয়ার্ড স্থ অপ্রাপ্ত বাংহার রাজকুমারদিগের তত্ত্বাবধান জন্য ৫ জন অবৈতনিক ত[illegible]ত্বাবধায়ক নিযুক্ত হইয়াছেন। তন্মধ্যে রমানাথ ঠাকুর ও হরেন্দ্রকৃষ্ণ বাহাদুর এদেশীয়, আর ৩ জন ইউরোপীয়। আমরা অনেক দিন অবধি ওয়ার্ডের দুর্ন্নাম শ্রবণ করিতেছি, অনেক অ[illegible] ও কালেক্টর প্রভৃতি এই স্থানে অপ্রাপ্ত ব[illegible]য়স্কদিগকে প্রেরণ করিতে অনিচ্ছু হইয়াছেন। তাঁহাদিগের অনিচ্ছা নিষ্কারণ নহে। যাহা হউক গবর্ণমেণ্ট যে তত্ত্বাবধায়ক নিয়োগ করিতেছেন, ইহাতে আমরা অতিশয় আনন্দিত হইলাম। তত্ত্বাবধায়কেরা বালকদিগের চরিত্র শিক্ষার প্রতি কিঞ্চিৎ বিশেষ দৃষ্টি রাখিবেন। তাঁহাদিগের চরিত্রগত গুণ দোষের উ[illegible]পর অনেক প্রদেশের শুভাশুভ নির্ভর করিতেছে। এখন ত এই রূপ একটী জনরব উঠিয়াছে, অপ্রাপ্ত বয়স্ক রাজকুমারেরা ওয়ার্ডে কেবল আবকারির শ্রীবৃদ্ধি শিক্ষা করিতে আইসেন। আমাদিগের দেশের জমীদার ও রাজকুমারেরা যদি অপদার্থ ও অবিমৃশ্যকারির ন্যায় ইন্দ্রিয় সেবা ও আলস্যের হস্তে মনন সমর্পণ না করিয়া কৃতবিদ্য ও সচ্চরিত্র হইয়া স্বদেশের প্রতি স্বকর্ত্তব্য সাধন করেন; শ্রীবৃদ্ধি কি প্রাতঃকালিক অরুণকিরণাবলী শোধরাজির ন্যায় ভারতবর্ষের প্রতি গৃহের শোভা সম্পাদন করিতে কি দীর্ঘকাল উদাসীন থাকিত?

বাঙ্গালিদিগের অধিকতর দুরুকার হইবার উপায় কি?

বীর্য্যহীনতা আলস্যের এক প্রধান কারণ।

[illegible] ব্যবহার না, পরিমিত দ্রব্য ভক্ষণ উদ্যমশালী, [illegible] অলীক আলস্যপরায়ণ হইয়া পারে না। [illegible] কি ইউরোপ, কি আসিয়া, কি আমেরিকা, পৃথিবীর যে যে স্থলে অলসীল জাতি নরমগো- [illegible] হয় সেই জাতিই পৌরুষহীন দুর্বিক্ষ দুই [illegible]। যে স্থানে পৌরুষহীন জাতির বাস, ত- [illegible] আমাদের এ নিরুদ্যমতার অসুখকর [illegible] পরিণত হইয়া থাকে। ইংরা- [illegible] ও বঙ্গদেশবাসীদিগের প্রতি দৃষ্টিক্ষেপ ক- [illegible] রিলে পাঠকগণ আমাদিগের বাক্যের তাৎপর্য্য [illegible] বাধে সমর্থ হইবেন সন্দেহ নাই। ইংরাজদি- [illegible] গের পৌর্য্য জগদ্বিখ্যাত, এবং তাঁহাদিগের [illegible] প্রমানুরাগ বিস্ময়াবহ (১) বাঙ্গালিদিগের [illegible] বীর্য্যহীনতা ও তন্মূলক আলস্যপরতাই [illegible] চিরকালাবধি প্রসিদ্ধ আছে। আমাদিগের [illegible] এ কলঙ্কের কি দূরীভূত হইবার উপায় নাই? [illegible] আছে। পুষ্টিকর দ্রব্য ভোজন, নিয়মিতরূপে ব্যায়াম ক্রিয়ার অনুষ্ঠান. কার্য্যে সতত অভি- নিবেশ এবং উন্নত বিষয়কে লক্ষ্য করিয়া তৎ- সাধন চেষ্টা, এইগুলিই সেই উপায়। যাঁহারা শীত প্রধান প্রদেশে বাস করেন, তাঁহাদিগের প্রায় স্বভাবতঃ এই গুলি হইয়া থাকে, আ- মাদিগকে চেষ্টা পাইয়া এই গুলি করিতে হ- ইবে।

এতদ্দেশীয় এক ব্যক্তি লণ্ডনে গিয়াছি- লেন, তিনি বলেন, তথায় অবস্থিতি কালে [illegible] পরিমাণে পরিশ্রম করিতে পারিতেন, ক- লিকাতায় প্রত্যাগমন করিয়া তাহার অর্দ্ধেক পরিশ্রম করিতে পারিতেছেন না। আর এক ব্যক্তি উত্তর পশ্চিম প্রদেশ হইতে লিখিয়া- ছিলেন যে কলিকাতার অপেক্ষা তথায় ইং- রাজেরা দ্বিগুণ, ও ত্রিগুণ অধিক পরিশ্রম ক- রিতে পারেন। কলিকাতার অপেক্ষা লণ্ডনে বা উত্তর পশ্চিম প্রদেশে অধিকতর বলশক্তি জন্মিবার কারণ কি? পুষ্টিকর দ্রব্য ভোজন ও নিয়মিত ব্যায়ামাদির অনুষ্ঠান নিবন্ধন বলা- ধিক্যই তাহার কারণ। ইংরাজ, ফরাসী রুসি- য়, পাঠান, শিখ, প্রভৃতি জাতিরা কি কারণে এতাদৃশ বলিষ্ঠ ও দৃঢ়কায় হয়? তাহারা শীত প্রধান স্থানে বাস করে, ইহাই কি এক মাত্র কারণ? উল্লিখিত পুষ্টিকর দ্রব্য ভোজন ও ব্যায়ামাদির কি কারণতা নাই? শীত প্রধান প্রদেশবাসিরা যদি বাঙ্গালিদিগের ন্যায় অ- সার ও অল্প পরিমিত দ্রব্য ভোজন ও নি- স্ক্রিয় ও নিরীহ হইয়া কাল হরণ করে, তাহা- রা কি ক্রমে নিবীর্য্য ও দুর্ব্বল হইয়া যায় না? তাহাদিগের বংশে কি আর তাহাদিগের ন্যায় সবল ও দৃঢ়কায় লোক জন্মে? তাহাদিগের বংশ্যলোকদিগকে কি ক্রমে আর তজ্জাতীয় বলিয়া বোধ হইবে। শীত প্রদেশের লো- কেরা আহারাদির ব্যতিক্রম করিলে যদি তা- হাদিগের বলবীর্য্য সাহস ও অধ্যবসায়ের ব্য- তিক্রম ঘটে; তবে বঙ্গদেশ বাসিরা আহার ও ব্যায়ামাদির উৎকর্ষ সাধন করিলে, ঐ সকল বিষয়ে উৎকর্ষ সাধিত না হইবে কেন? আমরা বলকর উপায় অবলম্বনেরই প্রস্তাব করিতেছি, স্বাস্থ্যকর উপায়াবলম্বনের প্রসঙ্গ করিতেছি না। পরিষ্কৃত স্থানে বাস করিলে ও নিয়মিত রূপে আহার, পান ও পরিশ্রম করিলে শরীর সুস্থ হয় বটে, কিন্তু বলিষ্ঠ হয় না। এক ব্যক্তি কলিকাতার সন্নিকর্ষে কোন উদ্যানে বাস ক- রিয়া নিয়মিতরূপে আহার পান ও পরিশ্রম করিলে স্বাস্থ্য লাভ করিতে পারেন, কিন্তু তিনি যদি পুষ্টিকর ও অধিক পরিমিত দ্রব্য ভোজন ও ব্যায়ামাদি না করেন, তাঁহার শ- রীর কখন বলিষ্ঠ হইবে না। কিন্তু সেই ব্যক্তি যদি লণ্ডন বা সিরটের কোন মনোরম স্থানে গিয়া বাস করেন, তাঁহার শরীর যে কেবল সুস্থ হইবে এরূপ নহে, বলিষ্ঠ হইয়া উঠিবে। এতদ্দেশীয় যে সকল ব্যক্তি লণ্ডন বা উত্তর পশ্চিম প্রদেশের কোন স্থানে কিছুকাল বাস করিয়া কলিকাতায় প্রত্যাগমন করেন, পরম্পরা তাঁহাদিগের শরীর সুস্থতা ও বলিষ্ঠতা এই উভয় গুণে ভূষিত দৃষ্ট হয়। এবম্বিধ বৈল- ক্ষণ্য কারণের অনুসন্ধানে প্রবৃত্ত হইলে উল্লি- খিত, [illegible] [illegible] [illegible] [illegible] হওয়ার সম্ভাবনা [illegible] অধিক পরিমিত দ্রব্য ভোজন [illegible] হইয়া উঠে। অধিক [illegible] পরিপাক করিতে [illegible] [illegible] হয়, তাহার [illegible] বল সঞ্চার পদার্থ [illegible] বলিষ্ঠ হইলেই [illegible] নাই; কিন্তু উভয়ের [illegible] একের সদ্ভাবনা, [illegible] হয় না। মিতাচারী [illegible] কার হইবার, [illegible] (১) [illegible] দেও কোন কোন [illegible] [illegible] রূপে [illegible] (২) [illegible] রক্ষা করিতে সমর্থ হন।

আমরা অল্প [illegible] পুষ্টিকর [illegible] কার অধ্যবসায়ের [illegible] [illegible] যে ব্যক্তি সুবলকায়, [illegible] [illegible] [illegible] ও দেহের [illegible] [illegible] ব্যক্তিই উক্ত প্রকারে [illegible] প্রাপ্ত দুর্ব্বল শরীরী [illegible] [illegible] কার থাকিতে পারে। ২১১

উপরে যে রূপ প্র[illegible] হইয়া[illegible] স্পষ্ট প্রতীয়মান হইতে [illegible] যে নিয়মিত আহার পানাদি নিবন্ধন সুস্থতা লাভ সেই মনুষ্য [illegible] [illegible] হয় না। বিধানবিৎপণ্ডিতগণ [illegible] পুষ্টিকর [illegible] ও ব্যায়ামাদি রূপ [illegible] [illegible] শরীর বলিষ্ঠ ও দৃঢ় [illegible] কার করিতে পারেন না। [illegible] কোন কোন সেই পুষ্টিকর দ্রব্য ভোজন ও ব্যায়ামা- দি স্বভাবতই [illegible], আর কোন তাহা [illegible] পাইয়া [illegible] লইতে হয়। [illegible] [illegible] রুসিয়া আফগান, প্রভৃতি শীতল [illegible] বাসিরা পুষ্টিকর আহার ও কোন না কোন প্রকার ব্যায়ামাদি রূপ বলকর কার্য্যে [illegible] হয় কিন্তু তাহারা শারীরিক নিয়ম সংরক্ষ[illegible]

---

(১) এতন্নগরস্থ দুই সুশিক্ষিত ব্যক্তি ল- ণ্ডনে উপনীত হইয়া ইংরাজদিগের অমানু- [illegible] দর্শন করিয়া বিস্ময়াপন্ন হইয়াছিলেন। তাহারা বলেন ইংরাজেরা বাঙ্গালিদিগের [illegible] গল্পাদিতে কাল হরণ করিতে নিতান্ত বিরাঙ্মুখ। প্রতি নিয়ত তাহারা কোন না কোন কার্য্যে নিযুক্ত থাকে। অর্থোপার্জ্জন বিষয়ে তাহাদিগের মত অধ্যবসায়ী, বোধ হয়, আর কোন জাতি পৃথিবীতে নাই।

(২) এতদ্দেশীয় মোটবাহক, [illegible] কাদির প্রতি দৃষ্টিপাত করিয়া বিবেচনা ক[illegible] যে আমাদিগের বাক্য সপ্রমাণ হইবে।

যে কেবিংড়শিতাবলম্বন করে নাই। ... দুই টি সত্যাব অসত্যাবস্থায় ছিল, ... কর্ত্তৃক নিরাকৃতির আন তৎপ্রবেশী- ... দুটি কার্য্যেতি হয় নাই, তথাও ইং- ... ক কিছু পুষ্টির দ্রব্য অকপে এ অপেক্ষা ... ম নীলবর্ণ। অন্যান্য শীতল দেশবা- ... ! যখন প্রতি দৃষ্টিপাত করিলে স্পষ্ট ... জানিবে যে ইংলণ্ডবাসীদিগের ন্যায় ... নাদি শারীরবিধানবিৎ পণ্ডিতগণের ... বিচা হইলেও সবল শরীর হইবার উ- ... ত নির্ব অর্ক ণ করিয়াছে।

... কিঃ জল বা ও মৃত্তিকাদির উপরে ... ত করিবাপে আমাদিগের শারীরিক ... দুঢ় ক্ষীণতা ও নির্ভর করে, তদ্বিষয়ে ... ! শারী বিধানবিৎপণ্ডিতেরাও ... স্বীকার ক রাছেন। এতদ্বিষয়ে স- ... জেম্‌স কে লোও সাহেব যাহা বলেন ... গায় তাহা নিয়ে সঙ্কলিত হইল। ... দেন " মনুষ্য যে যে দেশে বাস করে ... ই দেশের ও র বায়ু মৃত্তিকাদির তার- ... তম্য বাহুল্য হারাণে তাহার শারীরি- ... মানসিক শক্তির ইতর বিশেষ হয়। ... ও, লাপলা প্রভৃতি দেশে অত্যন্ত ... তা ও প্রা বৎসর ছয় মাস প্রায় ... শির অভাব নিবন্ধন তদ্দেশবাসিরা ... ও দুর্ব্বল কলেবর বিশিষ্ট হয়। ... গাদি অপেক্ষা অল্প শীতল দেশবা- ... আবার বিলক্ষণ সবলকায় ও মানসিক ... বিশিষ্ট হয়। ৪৫ ও ৬৩ ডিক্রী ... রেখার মধ্যে স্থাপিত দেশবাসিরা ইহা- ... শ, তাহারাই পৃথিবীস্থ সকল জাতি ... ন দৃঢ়কায় ও দেশ সভ্য করিতে সক- ... র সকল দেশে সর্ব্বদা ঋতু পরিবর্ত্তন ... দেশবাসিদিগের ও ভৌতিক ও মান ... রের বিলক্ষণ প্রাদুর্ভাব হয়। যথা- ভে- ... গ্রেইভেন, ইংলণ্ড ও তৎসন্নিহিত দ্বী- ... ও কোপলাণ্ড সাহেব আরো বলেন ... চল ভূমি সমুদ্রের অপেক্ষা অধিক ... তাদির নিকটস্থ, সেই সকল স্থান ... বিলক্ষণ দৃঢ়কায় হইয়া থাকে। তা- ... য়ামাদি রূপ কার্য্যে বিলক্ষণ রত এবং ... সিঃ দুরিস যোগের অপেক্ষা

অধিকতর দীর্ঘজীবী হয়। তাহাদিগের স্ত্রীলোকেরা অধিকতর সন্তানপ্রসূ ও সর্ব্ব সম্পন্না হইয়া থাকে। "

এতদ্বারা স্পষ্ট প্রতীয়মান হইতেছে যে স্বাস্থ্যকর জল বায়ু মৃত্তিকাদি বিশিষ্ট দেশে বাস করিলে লোকের স্বভাবতই পুষ্টির দ্রব্য অকপণ প্রবৃত্তি হইয়া থাকে। অপর, দৃঢ়কায় হয় বলিয়াই তাহারা স্বভাবতঃ (৩) আত্যাসিক বলোপার্জ্জনে প্রবৃত্ত হয়। তাহাদিগের যেমি স্বভাবতঃ হয়, আমাদিগকে তাহা চেষ্টা করিয়া করিতে হইবে। কিন্তু কি রূপে সে চেষ্টা করিতে হইবে, আমরা আগামি বারে পাঠকগণের গোচর করিব।

নূতন পুস্তক ও পত্রিকা।

কয়েক সপ্তাহ হইল, কয়েক খানি নূতন পুস্তক ও পত্রিকা আমাদিগের হস্তগত হইয়াছে। অবকাশ বিরহে আমরা কেবল যে গ্রন্থকার ও পত্রিকা প্রণয়নকারিদিগকে প্র[illegible] মনোরথ করিতে অসমর্থ হইয়াছি এরূপ নহে, আপনারাও স্বকর্ত্তব্য সাধন করিয়া তাঁহাদিগের নিকটে ঋণ মুক্ত হইতে পারি নাই। অদ্য কিয়ৎ পরিমাণে ঋণ শোধে প্রবৃত্ত হইলাম।

১। সীতার অন্বেষণ। পদ্যময় গ্রন্থ। ঢাকা বাঙ্গালা বাজার ব্রাহ্ম স্কুলের পণ্ডিত শ্রীমদন মোহন মিত্র প্রণীত। ইহা ঢাকা নূতন যন্ত্রে মুদ্রিত হইয়া প্রচারিত হইয়াছে। ইহাতে রামের বিরহ ও বিলাপ বর্ণিত হইল। আমরা কয়েক স্থান আনন্দ সহকারে পাঠ করিলাম। রচনা সম্পূর্ণরূপে নির্দ্দোষ হয় নাই বটে, কিন্তু ললিত হইয়াছে। গ্রন্থকারের কাব্য রচনা শক্তি আছে, তাহা স্পষ্ট বোধ হইল। কয়েকটী কবিতা উদ্ধৃত হইতেছে. পাঠকগণ স্বয়ংই কবির সহৃদয়তার পরীক্ষা করুন উদ্ধৃত কবিতা কয়েকটী এই—

কবি রাম ঊর্দ্ধে বিলোকন,
বলে অচেতন দেখে ভেবে সচেতন,
তুমি হে জীবন দাতা, জীবের জীবন পাতা,
এই বার বাঁচাও জীবন।

আমি নই অচেতন [illegible],
মোর হৃদয়ে শত থাকে[illegible] কাঁদি.
[illegible] বনালীর স্থলে, কখন [illegible] এলে,
[illegible] সহিতে [illegible]
তুমি নাকি উত্তাপ বাহুন?
আমার উত্তাপ কেন কর না মোচন,
তোমার এশক্তি আছে, পিতা [illegible] কাছে
আপাইকে সুখের বচন।
হে বহ্নির! বাদি বদিবেন,
কত সতী সব পূর্ণ কর ক্ষণে ক্ষণে,
মোর বাঞ্ছাপূর্ণ কর, জইয়া অর্পণ কর,
যাও প্রাণ-প্রিয়ার সদনে।
বিনয়ে বলিও প্রেয়সীরে,
তব প্রেমাধীন সদা ভাসে নেত্রনীরে,
আর কি শিখাব আমি, যা দেখ[illegible]
তাই বলে এস যেয়ে ফিরে।"

(৩) ব্যায়ামাদি দ্বারা যে বলোপার্জ্জন হয়, তাহাকে আত্যাসিক বল কহে।

২। পদ্য পাঠ প্রথমভাগ দ্বিতীয়বার মু- ... দ্রিত। শ্রীযুক্ত যদু গোপাল চট্টোপাধ্যায় ইহা[illegible] ... র সঙ্কলন করিয়াছেন। ইহা বালকদিগের পা- ... ঠার্থ সংগৃহীত হইয়াছে। বিদ্যালয়ে পদ্যগ্র- ... বিরল প্রচার, যদু বাবুর এই গ্রন্থ অনেক অ- ... শে সেই অভাব দূর করিতে সমর্থ হইয়াছে ... যদু বাবু যে গুলি স্বয়ং র না করিয়াছেন. এ- ... বং যে গুলি সংগ্রহ করিয়াছেন, উভয়েতে ... তাঁহারসহৃদয়তার পরিচয় হইয়াছে।

৩। ধর্ম্মচর্চ্চা। ইহাতে গ্রন্থকারের না- ... অথবা কোন্ যন্ত্রে মুদ্রিত হইয়াছে, তাহা লি- ... খিত নাই। বোধ হয়, কলিকাতা ব্রাহ্ম সমা- ... হইতে ইহার মুদ্রণ ও প্রচারণ ক্রিয়া সম্পন্ন হ- ... ইয়াছে। ইহাতে ব্রাহ্ম ধর্ম্ম ঘটিত কয়েকটী উ- ... পদেশ আছে। একটী উপদেশ এস্থলে উদ্ধৃ- ... হইল।

পুত্রের প্রতি পিতার উপদেশ।

হে প্রিয়পুত্র! তুমি ঈশ্বরকে লক্ষ্য করিয়া সক- ... কার্য্য সম্পন্ন কর, তিনি তোমার পিতা, মাত- ... সুহৃদ, সকল স্থানে সকল অবস্থাতে তিনি তো- ... মার একমাত্র সহায় ও গতি, তাঁহাকে স্মর- ... কর, সমুদায় জীবন তাঁহার কার্য্যে নিয়ো- ... কর, এক মুহূর্ত্তের জন্য তাঁহাকে বিস্মৃত হই- ... থাকিও না তাঁহার জ্যোতি দৃষ্টি করিয়া আপ- ... নাকে উজ্জ্বল কর, সর্ব্বদা সেই ভূমানন্দ উপ- ... ভোগ কর, সংসারের কুটিলতা পরিত্যা- ... গ করিয়া সেই পবিত্র স্বরূপের সহিত দিন দি- ... সম্মিলিত হও। আমি যখন তোমাকে লাল- ... পালন করিয়াছিলাম, তখন আমার মনে এ- ... আশা ছিল, যে পরমেশ্বরের প্রতি অনুরক্ত ... হইয়া তুমি আমার গৃহ উজ্জ্বল করিবে, আমা- ... সেই আশা পূর্ণ কর। ঈশ্বর ভিন্ন তোমার আ- ... গতি নাই, তিনিই তোমার একমাত্র শরণ, তাঁ- ... হাতে প্রীতি করিবে, অনুরাগের সহিত তাঁহা- ... প্রিয় কার্য্য সাধন করিবে, এইজন্য তুমি এ- ... পৃথিবীতে জন্ম গ্রহণ করিয়াছ; অতএব তুমি ...

[illegible] [illegible] পুত্র, সেই পুত্র পিতাকে [illegible] তাঁহার আশ্রয়ে অবস্থ [illegible] [illegible] ৫। [illegible] তিনিই তোমার জীবন, সেই প[illegible] [illegible] হইতে অন্তর করিও না। হে [illegible]! তুমি এই পুস্তকে আমার [illegible] [illegible] করিয়াছ; ইহার [illegible] [illegible] প্রতি যেন সর্ব্বদাই তোমার দৃষ্টি থাকে, তুমি ইহার কোমল হৃদয়ে বিরাজ কর।

২। আহিরিটোলার [illegible] সংক্রান্ত বঙ্গ বিদ্যালয়ের তৃতীয় সাম্বৎসরিক পরীক্ষা বিবরণ। এই বিদ্যালয় ১৮৫৯ অব্দে স্থাপিত হয়। ইহার ক্রমশঃ উন্নতি হইতেছে। পরীক্ষকগণ পরীক্ষা করিয়া সন্তোষ প্রকাশ করিয়াছেন। ইহা [illegible] ও শিক্ষকগণের প্রশংসার বিষয় সন্দেহ নাই।

আগত।

২৮এ মাঘ সোমবার।

জেলা নদীয়া।

অদ্য রাণাঘাট হইতে কুষ্টিয়াতে আসিবার সময় ১ মদো, ২ কৃষ্ণগঞ্জ, ৩ রামনগর, ৪ চুয়াডাঙ্গা, ৫ আলমডাঙ্গা হইয়া কুষ্টিয়াতে আসিয়া উপস্থিত হইলাম। ইহার মধ্যে যে কএকটি গোল আছে, তন্মধ্যে একটী গোল অতিবৃহৎ। কৃষ্ণগঞ্জ পর্য্যন্ত মধ্যে মধ্যে অনেক অকৃষ্ট পতিত ভূমি আছে। শুনিলাম নীলকর মহাশয়দিগের দৌরাত্ম্যই ভূমি পতিত হইবার প্রধান কারণ। কৃষ্ণগঞ্জ হইতে আলমডাঙ্গা পর্য্যন্ত খেজুর, ধান্য, যব, ও নানা প্রকার কলাই সরিষা লঙ্কা প্রভৃতি অনেক দ্রব্য এবং স্থানে স্থানে ইক্ষুও উৎপন্ন হইয়া থাকে। ইহার মধ্যে মধ্যে দুই একটি নীলকুঠীও দেখিতে পাওয়া যায়। কিন্তু প্রজারা নীল বুনন না করাতে উহার অনেক গুলি অকেজো পতিত রহিয়াছে।

কুষ্টিয়া।

এই কুষ্টিয়া নদীয়া জেলার অন্তর্গত কলিকাতা হইতে এস্থান ৫৫ ক্রোশ। এই নগর উত্তরে গড়ুই নদী। ঐ নদী [illegible]র বিল হইতে নির্গত হইয়া উত্তরাভিমুখে গমন পূর্ব্বক পদ্মার সহিত মিলিত হইয়া অত্যন্ত প্রশস্ত ভাব ধারণ করিয়া পূর্ব্বদিকে গমন করিতেছে। সুতরাং ইহাকে কেহ কেহ পদ্মাও বলিয়া থাকে। এক্ষণে এই স্থান পর্য্যন্ত বাষ্পীয় শকট গমনাগমন করিতেছে; যদিও পদ্মা উত্তর হইতে দক্ষিণবাহিনী হইয়াছে যথার্থ বটে, কিন্তু স্থানে স্থানে অত্যন্ত বক্র ভাব ধারণ করিয়াছে। উহার উত্তরে কুষ্টিয়া নামক একখানি গ্রাম আছে। ঐ গ্রামে একটি থানা ছিল। থানা দক্ষিণ পারে আসাতে এক্ষণে এই স্থানকেই প্রায় সকলে কুষ্টিয়া এবং সামান্য লোকে ছোট কলিকাতা কহে। ইহাতে বোধ হয় এই স্থান সময় ক্রমে ছোট কলিকাতা নামে প্রসিদ্ধ হইতে পারিবে। এস্থানের উত্তর ও পশ্চিম সীমা গড়ুই নদী (এই নদী এখানে অতি অপ্রশস্ত, ইহার পশ্চিমে কমলাপুর গ্রাম) দক্ষিণ মহম্মদপুর। পূর্ব্বে বাহাদুরখালি গ্রাম। ইহার কিছু দিন পূর্ব্বে এই স্থান পাবনা জেলার অন্তর্গত ছিল। এক্ষণে নদীয়ার সামিল হইয়াছে। পদ্মা অতি ভয়ানক নদী। ইহার গর্ভে অনেক স্থান প্রবিষ্ট হইয়া অনেকের অনেক ক্ষতি হইয়া গিয়াছে। এখন এই নদীতে স্থানে স্থানে জল অতি অল্প। ইষ্টেসন হইতে ঈশান কোণে দৃষ্টি নিক্ষেপ করিলে বোধ হয় যেন বালুকাময় মরুভূমি ধূ ধূ করিতেছে এবং ঐ সকল চরার মধ্যে মধ্যে কৃষকেরা ধান্য রোপণ করিতে আরম্ভ করিয়াছে, জ্যৈষ্ঠ মাসের আরম্ভে কাটিতে উপক্রম করিবেক। উক্ত চরা বর্ষাকালে প্লাবিত হইয়া সাগরের ন্যায় আকার ধারণ করিবেক।

কুষ্টিয়ার নিকটবর্ত্তি গ্রাম।

ইষ্টেসনের উত্তর পুরাতন কুষ্টিয়া, দুর্গাদেবপুর, গোপীনাথপুর ও শিয়ালদহ। এই সকল গ্রামে কামার কুমার চাষাধোপা শুঁড়ি কৈবর্ত্ত প্রভৃতিই অধিকাংশ। ইহার মধ্যে কুষ্টিয়াতে ৩। ৪ ঘর ব্রাহ্মণ আছে। পশ্চিমে গড়ুই নদীর উত্তর তীরে মজমপুর হরেকৃষ্ণপুর কড়াগিনগর সাকটে ও উজিবাড়ি। এই সকল গ্রামে ব্রাহ্মণ ও কায়স্থ তেলি ও শুঁড়ি প্রভৃতি অনেক প্রকার জাতি বাস করে। তন্মধ্যে উজিবাড়িতে ব্রাহ্মণের সংখ্যা অধিক। দক্ষিণে চোকহাঁস ও [illegible]। এই দুই গ্রামে ব্রাহ্মণ কায়স্থ ও তেলি প্রভৃতি সকলই কিছু কিছু আছে। তাহার মধ্যে কায়স্থের ভাগ অধিক। পূর্ব্বে [illegible] এই দুই গ্রামে [illegible] গোয়ালাদি [illegible] মধ্যে মধ্যে মুসলমান।

কুষ্টিয়া এক ক্রোশ [illegible] [illegible] [illegible] ৬০০০ [illegible] লোকদিগের অবস্থা [illegible] অতি মন্দ। থানকার লোকদিগের কি স্ত্রী কি পুরুষদিগের বিষয়ে [illegible] [illegible] বিশেষ [illegible] থাকে।

এ গ্রামস্থ ভূমি নীল, তিসী, সর্ষপ, প্রভৃতি নানাবিধ শস্য [illegible] নারিকেল ও গুবাক [illegible] জল বায়ু [illegible] স্বাস্থ্য [illegible] অতি অল্প হইতে পারে না। পুষ্করিণী জল পাওয়া যায়, [illegible] পারে না, নদীর মধ্যে সুতরাং সকলেরি নদী[illegible] হয়। এই সকল গ্রা[illegible] বাবু রামরত্ন রায়ের, [illegible] লকর কেনি সাহেবের নীলকর কেনি সাহেব [illegible] সম্বন্ধে প্রজারা [illegible] তাহা বর্ণন করা বাহুল্য। সাহেবের অনর্থের ভূমি এই নীল প্রাবল্যের [illegible] অবলোকন করিলে না অন্তঃকরণে ক্ষোভ [illegible] তাহার সন্দেহ নাই। সাহেব প্রজাদিগের উপর [illegible] করিতে ত্রুটি করিত ছোট আদালতের জজ নীলকরদিগের প্রতি [illegible] ছিলেন, বোধ করি তাঁহা[illegible] হইয়া, থাকিতেই সাহেব[illegible]

দিকে চাহিতেছেন।
...গাকে বলেন, এখানে
...ল করা। এখানকার
।। তিনিও মাজেষ্ট্রি-
থাকেন। বাঙ্গা
হিত প্রজাদিগের
ং প্রজাদিগের
ন, তবন কি সুবিধা
কোন লাভের পুরি
বাবা ও বিদ্যালয়
আবশ্যক আবদ্ধে ব-
মূল বাসা করা ভাল।
। বিশেষতঃ প্রাধানিক
এ জজ সাহেব শীল
ড়ি করিতেছেন, যদি
হে সন্দেহ নাই।
শত মাজিষ্ট্রেট ও জে-
রি এবং থানা ডাকঘর
লা বিদ্যালয় আছে।
ই এখানকার লোক
হুটি কলিকাতা কহে।
ও ভাল নহে। দেশীয়
আছে কিন্তু অর্থ গ
লাম ডিঃ মাজিষ্ট্রেটের
হ। ইন্‌স্পেক্টরের এ-
প থাকা উচিত।

সংবাদ।

(সোমবার।

. অযোধ্যার তালুকদা
নন্দন পত্র প্রকাশ করি
পুরে লার্ড এলগিনের
অযোধ্যার সভার কথা
অনরল সন্তোষ প্রকাশ
কে বলিলেন আপনারা
কর্ষ সাধন করিয়াছেন,
কন্যাকে বধ করিবার
। বিশেষ সৎকার্য্য করি-
এজমিন বাবু দক্ষিণা
বলিলেন তাঁহার চেষ্টায়
উৎকর্ষ সাধিত হইতেছে
য় জেনরল।অতিশয়

সন্তুষ্ট হইয়াছেন। গবর্ণর জেনরল কলিকাতা-
য় প্রত্যাগমন করিবার সময়ে লক্ষ্ণৌ দর্শন
করিয়া আসিবেন অঙ্গীকার করিয়াছেন।

দিল্লীগেজেটের এক জন পত্র প্রেরক রাম
পুরের বণিকদিগের অসঙ্গত লাভ করি-
বার চেষ্টার প্রতিবাদ করিয়াছেন। কলিকাতা-
য় যে সকল দ্রব্য ২০০ টাকায় পাওয়া যায় তা-
হা তথায় ১৪০০ টাকায় বিক্রীত হইয়া থাকে।
তত্রত্য রাজারা এই সকল ধূর্ত্তদিগের দ্বারা
প্রতারিত হন। এতদ্দেশীয় রাজারা বিবেচনা
করেন, উচ্চমূল্যে দ্রব্য ক্রয় করা মহত্ত্বের কার্য্য।

দিল্লীগেজেট বলেন, পঞ্জাবের রেইল ও-
য়েকর্ম্মচারিরা অতিশয় অত্যাচার আরম্ভ
করিয়াছেন। ইহাঁরা সকল স্থানেই সমান মূর্ত্তি
ধারণ করিয়া থাকেন।

মফস্‌লাইট বেগার ধরিবার প্রতিবাদ করি-
য়াছেন। উত্তরপশ্চিমাঞ্চলে সেনাগণকে স্থানা
ন্তরিত করিবার সময়ে মুটিয়া ও গরুর গাড়ির
গাড়োয়ানদিগকে অতিশয় কষ্ট সহ্য করিতে
হয়, অথচ তাহারা উচিত ভাড়া পায় না।
এই জন্য প্রথাটী ক্রমশঃ অসহ্য হইতেছে।
বেগার নিবারণের জন্য যে বিল অর্পণ করা
হয় তাহার কি হইল ?

পুনা অবজারবর বলেন যে সূত্রধরকে
কোর্ট আদালতের জজ কারারুদ্ধ করিয়াছি-
লেন সে আপীল করিয়া মুক্ত হইয়াছে। পুনা-
র সেসিয়ন জজ বায়র্ণ লার্ণেট কারবার অ-
ত্যাচারের বিষয় প্রধানতম বিচারালয়কে অ-
বগত করিয়াছেন। ইনি না ঐ অঞ্চলের এক
জন উপযুক্ত বিচারপতি ?

আলাহাবাদ গেজেট বলেন টেম্পল সাহে-
ব মধ্যভারতবর্ষের ভূমির বন্দোবস্ত শেষ করি-
য়াছেন। তিনি এক্ষণে নাগপুরে আছেন।

বিলাস,.জেবরা, টিউব্রিণ প্রভৃতি স্থানে
মৃত কাউণ্টকেবরের একটী প্রস্তরময়ী প্রতিমূ-
র্ত্তি হইতেছে। টিউব্রিণে উক্ত রাজনীতিজ্ঞে-
র স্মরণার্থ আরও একটি বাটী হইতেছে।
আমরা আমাদিগের মহিমের স্মরণার্থ একটী সা
মান্য বাটী নির্ম্মাণ করিতে সমর্থ হইলাম না।

এতদ্দেশীয় রাজস্ব সমাজের মূলধনের অভা-
ব হওয়াতে তাঁহারা সাধারণের কাছে চাঁদার
প্রার্থনা করিয়াছেন। এই সমাজ দেশের হিত-

র উপকার করিতেছেন, [illegible]
[illegible] সকলেরই কিছু কিছু [illegible] করা [illegible]।

ফিনিক্সে এক জন লেখক [illegible]
লিখিয়াছেন তত্রত্য মগেরা বাঙ্গালী কর্ম্মচারি-
দিগকে বধ করিতে আরম্ভ করিয়াছে। সম্প্র-
তি কতক জন ইউরোপীয় বাঙ্গালী ও এত-
দ্দেশীয় কর্ম্মচারি এক স্থানে সমবেত হইতে
গমন করে। প্রথমতঃ বন্যেরা অতিশয় বন্ধুতা-
র প্রদর্শন করিয়া তাহাদিগের সহায়তা করি-
য়াছিল কিন্তু হঠাৎ এক জন বাঙ্গালী হস্ত হও-
য়াতে কয়েকজন বন্যকে গুলি করা হয়। তা-
হারা তদবধি অতিশয় দৌরাত্ম্য আরম্ভ করি-
য়াছে। হত্যাকারিকে ধৃত করিতে পারিলে
তাহার সহচরদিগকে বধকরা অতি অন্যায়
হইয়াছে। এরূপ করিলে বন্যেরা কখনই বন্ধু-
ত্বভাব প্রকাশ করিবে না।

ঢাকাপ্রকাশ বলেন বিক্রমপুর নিবাসী
সার্ব্বভৌম উপাধিধারী এক পণ্ডিত স্বীয়
পুত্রের উদ্বাহ ক্রিয়া নিষ্পাদনার্থ একটি ব্রাহ্মণ
কন্যাকে চুরিকরিয়া আনাতে দারগার নিকটে
তাহার আত্মীয়েরা নালিস করেন। ব্রাহ্মণ
তন্নিমিত্ত সেই কন্যাকে তাঁহাদিগের হস্তে
সমর্পণ করিতে বাধিত হন। ঢাকাপ্রকাশ ব-
লেন যে কেবল ঘৃণিত পণগ্রহণ প্রথাই সার্ব্ব-
ভৌম মহাশয়ের তাদৃশ অসদাচরণের মূল
কারণ। আমাদিগের মতে সমুদায়ের মূল
কৌলীন্য।

আমরা শুনিয়া অতিশয় দুঃখিত হই-
লাম চট্টগ্রামের বিদ্যালয়ের অধিকাংশ
ভগ্ন হইয়াছে। বিস্তর বেঞ্চ কেদারা প্রভৃতি
নষ্ট হইয়াছে। সৌভাগ্যবশতঃ পুস্তকাগারটি
রক্ষা পাইয়াছে।

১৩ ই ফাল্গুন মঙ্গলবার।

ঢাকা নিউস বলেন রোটাস দুর্গের [illegible]
ক্রোশ দক্ষিণে শোণ নদের এক ইষ্টকময়
সেতু নির্ম্মিত হইবে, ইহাতে দুইলক্ষ টাকা
ব্যয় হইবে অনুমান করা হইয়াছে। ইহার
কার্য্য আরম্ভ হইয়াছে।

শোণনদের নিকটে প্রস্তরময় পথ [illegible]
চনার পর্য্যন্ত সম্পূর্ণ হইবে।

দিল্লীগেজেট বলেন একটি ১০ বৎসরের
আফগান বালক আর একটী বালকের সহিত

[illegible] অন্যত্র তাঁহার প্রাণ [illegible] অবস্থায় [illegible] পিতা [illegible] বিশেষ আবেদন করিলে- [illegible] পুরুষ পক্ষে অপরাধ-স্বীকার করিলে, ন, [illegible] ব্যক্তি যদি মনে করিয়া অপর বা- লকের প্রাণ সংহার করে নাই, অতএব উহার প্রাণ দণ্ড না হইয়া ১০০০ টাকা দণ্ড হওয়া যে ন। গবর্ণর ঐ শিশুর [illegible] আনয়ন করিয়া তিন ভাগে বিভক্ত করিতে কহিলেন। এক ভাগ [illegible] পিতা তাহাকে দেওয়া হইল। আর এক ভাগ [illegible] বালকের পিতার রহিল। আর এক ভাগ রাজ ভাণ্ডারে প্রবিষ্ট হইল। শিশুর অপরাধে শিশুর পিতা [illegible] সম্পত্তি গেল। এই চমৎকার বিচার।

উক্ত সম্পাদক আরও বলেন চাকার অ- [illegible] বৃষ্টি হইয়া গিয়াছে।

ফিনিক্স বলেন পোষ্ট আফিসের যে নূতন বাটী হইবার কল্পনা আছে, তাহা এবৎসর আরম্ভ হইবে না। ইহাতে প্রা য় ১০ লক্ষটাক ব্যয় হইবে।

তিনি আরো বলেন, ১৭ ই ফেব্রুয়ারি গ বর্ণর জেনেরল আগরায় একটি দরবার করি- য়াছিলেন। তথায় গোয়ালিয়রের মহারাজ প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, জয়পুরের মহারাজ আপন মন্ত্রী ও অনুচরগণের সহিত কলিকা তায় যাত্রা করিয়াছেন। আসিবার সময় আ লাহাবাদ ও বেনারস দিয়া আসিবেন, এবং তথা হইতে ফিরিয়ে জগন্নাথ দেখিতে যাই বেন।

আলাহাবাদ গেজেট বলেন তথায় নীল [illegible] খুলিবে। তথায় একটি বৃহৎ কুঠী আছে, সেই স্থানেই ইহার কার্য্য হইবে।

২। ৩ জন লোক খিদিরপুর হইতে নৌ কারোহণে বাগবাজারের ঘাটে যাইতেছিল, পথি মধ্যে রাত্রি হওয়াতে মাঝিরা অন্ধকারে [illegible] দেখিতে না পাওয়াতে নৌকা বুনিয়া [illegible] লাগিল, তরঙ্গ অত্যন্ত প্রবল [illegible] হওয়াতে ঐ নৌকা জল মগ্ন হইল। ঘাটের কা [illegible] যত্নে আরোহিরা সকলেই রক্ষা পাই- য়াছেন। কেবল এক বৃদ্ধ ব্রাহ্মণকে পাওয়া যায় নাই।

১৪ই ফাল্গুন বুধবার।

ফিনিক্স বলেন, লাক্ষ্ণৌয়ের দুর্ভিক্ষ নিবারণার্থ কলিকাতা হইতে প্রায় ৩৮০০০০ টাকারও অধিক প্রেরিত হইয়াছে।

উক্ত পত্র আরো বলেন, গবর্ণর জেনেরলে- র দরবার দিল্লীতে না হইয়া মিরাটে হইবে। উহার বিবেচনা হইয়াছে, তথায় দরবার করি- লে দিল্লীর অবমাননা করা হইত।

উক্ত পত্র অযোধ্যার বিচার কার্য্য সংক্রা ন্ত প্রচারিত রিপোর্ট দেখিয়া লিখিয়াছেন ১৮৬১। ৬২ অব্দে তথায় পুলিস কার্য্য নির্ব্বা হার্থ প্রায় ২১১৭৪০২ টাকা ব্যয় হইয়াছে।

১২ই জানুয়ারি সম্রাট নেপোলিয়ন একটী বক্তৃতা করিয়া ফ্রান্সের ব্যবস্থাপক সভার কার্য্য আরম্ভ করিয়াছেন। তাঁহার বক্তৃতায় লোকে সন্তোষ প্রকাশ করে নাই।

হরিকরু পে,ও. বলেন, স্ট্রানেন্ড রোডে পুরাতন পোষ্ট আফিসের নিকটে প্রধানতম বিচারালয়ের বাটী নির্ম্মাণ শীঘ্র আরম্ভ হইবে; কলিকাতার ডেপুটী কালেক্টর অনু মতি দিয়াছেন যে অদ্যাবধি ১৫ দিনের মধ্যে তত্রত্য লোকদিগকে উঠিয়া যাইতে হইবে। গবর্ণমেন্ট প্রধানতম বিচারালয়ের জন্য ঐ ভূমি ক্রয় করিবেন।

উক্ত পত্র ইণ্ডিয়ান ফিলড দেখিয়া লিখি য়াছেন সর বার্নেস পিকক সাহেব ভূতপূর্ব্ব স দর আদালতের সিরিস্তাদারের পদ উঠাইবার জন্য গবর্ণমেন্টে অনুরোধ করিয়াছেন।

সমাচার হিন্দুস্থানী বলেন গবর্ণর জেন- রল প্রত্যাগত হইতেছেন। এক দিন রাত্রিতে তাজমহল আলোকপূর্ণ হইয়াছিল। লার্ড এলগিন ও লেডি এলগিন তদ্দর্শনার্থ গিয়া ছিলেন। তথায় অধিক সংখ্য লোকের সমা গম হইয়াছিল। ২১৯

তিনি আরো বলেন ফরাসী গবর্ণমেন্ট তন্তুবায়দিগের দুঃখ ক্রন্দন আনিবার নিমিত্ত মন্ত্রিকে আদেশ করিয়াছিলেন। তিনি বলেন এক ডিপার্টমেন্টে তুলার অভাবে প্রায় ৩১০০০০ লোক নিষ্কর্ম্মা হইয়া রহিয়াছে। প্যারিসে চাঁদায় ৮০০০০ টাকা মাত্র উঠি য়াছে।

১৫ ই ফাল্গুন বৃহস্পতিবার।

পঞ্জাবের চা করেরা চার বীজ ও চারা নূতন কৃষক দিগকে বিনা মূল্যে প্রদান করিব- র সকল্প করিয়াছেন, [illegible] অনুসারে পঞ্জাব গবর্ণমেন্ট [illegible] র টাকা প্রত্যার্পণ করিয়া [illegible] ছেন। আর একটী আনন্দের [illegible] তথায় কয়েক জন এতদ্দেশীয় [illegible] ছেন। কয়েক জন নীলকরের [illegible] বের্ত্তাবও ক্রমশঃ বা কি [illegible] বিষয় বঙ্গদেশে সর্ব্বত্র যে [illegible]

বঙ্গদেশে নীলের চাষ এক [illegible] যে কলিকাতায় নীলকর [illegible] সে এক জন কর্ম্মচারিকে [illegible] তথায় নীল হইতে প [illegible] তাঁহাদিগের অভিপ্রেত। [illegible] যে উক্ত প্রদেশে [illegible] কৃষকদিগের লাভ দেখাইয়া [illegible] সে নীলকরেরা কোন [illegible] পারিবেন না। ২১৮

আউধার পেপর বলেন, [illegible] লে এক ব্যক্তি এতদ্দেশীয় [illegible] কের স্ত্রীর ও কন্যার [illegible] ধী আসিতেছিল। [illegible] বিবিধ অলঙ্কার আছে [illegible] চারিরা বলপূর্ব্বক [illegible] সাইরা লইয়াছিল। এই [illegible] তে গবর্ণমেন্ট ইহার [illegible] ন। একণে প্রকাশ [illegible] রূপীয় দোষে এই [illegible] ব্যক্তি মৃত প্রায় [illegible] প্রতি যে আরোপ করা [illegible]

উক্ত পত্র আরও বলেন [illegible] বার পদস্থলের উপক্রম হইয়াছে।

মিসর দেশের নূতন পাসা [illegible] পাসা উত্তম রূপে রাজ্য পালন [illegible] তিনি অব্যবহিত যেরূপে স্থাধীন [illegible] হইতে টাকা না লইয়া আপনার ব্যয় [illegible] করিয়া লইয়াছেন। সম্প্রতি বিদেশীয় [illegible] দিগের অভ্যর্থনা সময়ে তিনি [illegible] যে তিনি তিনটি বিশেষ কার্য্য করিবেন [illegible] মতঃ নিজের ব্যয় নির্দ্ধারণ, সাধারণ [illegible] ক্ষেপ, এবং সুলতানের মত লইয়া [illegible] করিবেন। পাসা বলপূর্ব্বক [illegible] করিয়াছেন। সুয়েজের খালের [illegible] বিশেষ যত্ন নাই।

নিবার আসিপক পর্য্যন্ত রেইলওয়ে

রাটিস জিয়ার কামাতার হুতন কমন্দ গড় দর্শনার্থ গমন করিয়াছেন।

রাজ মুন্সিরা বোম্বাই দর্শনের অনুগত হইয়াছেন। লেপ্টেনন্ট এ, জি, মে রাজ সঙ্গে থাকিবেন।

রাজ এম্পিরিয়াম বলেন, মুজাফরপুর হইয়ে হায়দরাবাদে মাদ্রাজ ও বোম্বাইয়ের ওয়ে মিলিত হইবা সম্ভাবনা আছে। ইংলণ্ডীয় গবর্ণমেন্টের বিবেচনায় করা হইয়াছে। এদিকে ধন প্রায় পর্য, রেলওয়ে হইয়াছে। বর্ষাকালের পূর্ব্বে রেইলওয়ে মজাপুর পর্য্যন্ত খুলি হইয়াছে। সাড়ে তিন বৎসরের মধ্যে ও ভারতবর্ষীয় রেইলওয়ে জবলপুরে হইবে। মুজাপুর পর্য্যন্ত রেইলওয়ে যে কথা ছিল তাহার ও বনুনা সেতুর হইল?

হইয়েছে পঞ্জাবের সিবিলিয়ানেরা ব্যবস্থা বিদ্যালয়ে শিক্ষা করিবার বৎসর কর্ম্ম করিয়া তিন বৎসরের পাইবেন। প্রথমেই সুন্দর রূপে ব্য হইয়া নিযুক্ত হইলে কি ব্যয়ের লাঘব বিচার ক্রিয়া সম্পাদিত হয় না?

র বিখ্যাত বণিক গ্রিণ সাহেবের মৃত্যু। তাঁহার তুল্য ধনী বণিক ইংলণ্ডে আছেন।

পারের ধনী ব্যক্তিরা কয়েক খানি বাহাজ ক্রয় করিয়া বাণিজ্য আরম্ভ করেন। তথা হইতে একণে বিস্তর নীল প্রভৃতি রপ্তানী হইতেছে। বিদেশে র আবশ্যক। সকলেই বুঝিতেছেন ও তদনুসারে কার্য্য করিতেছেন। কিন্তু এবিষয়ে বিমান মূর্খ কেবল বঙ্গদেশেই পাওয়া যায়।

ইংলিসম্যান বলেন, গবর্ণমেন্ট যাবতীয় এসিডেন্সির মিলেটারি অফিস রহিত করিয়াছেন।

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া বলেন আরাকাণ, রে., ও তেনাসিরমের লোকেরা মিউনিসিপাল আইনে অসন্তুষ্ট হইয়াছেন। তথায় কলিকার তুল্য বাটীর কর অর্থাৎ শত করা ৭॥ লওয়া হইতেছে। রেঙ্গুনের পাতীর টাকা তাত রিব্যত। নিয়ম কর্ত্তার অবিবেচনা দোষে অতি হিতকর বিষয়ও লোকের বির হেতু হইয়া উঠে।

কমিশ রাজকীয় জন ইউরোপীয় আপন খাতার জাল খরচ লিখিয়া পলায়ন করেন। তাকে ধৃত করিবার জন্য পুলিষ সকল বাহির হইয়াছে।

সংবাদ আসিয়াছে আসামে বিদ্রোহ উপস্থিত হইয়াছে। ফরাসীদিগের হস্তে কেবল সেজন নগর মাত্র আছে। বিদ্রোহীরা তাহাও আক্রমণ করিবার উদ্যোগ করিতেছে। ফরাসীরা ১৮৫৭ অব্দের পূর্ব্বে ভারতবর্ষীয় গবর্ণমেন্টের ন্যায় অতি লোভপ্রযুক্ত এই সঙ্কটে পড়িয়াছেন।

১৩ই ফাল্গুন শুক্রবার।

সিলিকা বলেন গবর্ণমেন্ট ভারতবর্ষের বর্তমান বন্দীদিগের সৈন্য ঠিকাকে ১৮২৭ অব্দের ২৩ আইনের অধীন হইবার আদেশ করিয়াছেন।

তিনি আরো বলেন উত্তর পশ্চিমাঞ্চলের কারাগৃহের ব্যয় নির্ব্বাহার্থ ৫১০০০ টাকা কর্জ্জ হইয়াছে। তথায় প্রায় ১৩টী জেল আছে।

টাইম্‌স অব ইণ্ডিয়া বলেন, বরোদা রেলওয়ে কোম্পানির কনসল্টিং ইঞ্জিনিয়র কর্ণেল কেনেডি আগামি মেলে ইংলণ্ড হইতে আসিবেন।

সিন্ধিনেট ইনকোয়ারর বলেন, ৬৯ বৎসর বয়স্ক এক রমণী স্ত্রীর গর্ভে একটী সন্তান জন্মিয়াছে। উহার স্বামির বয়স ৭৪ বৎসর। সিন্ধিনেট ইনকোয়াররের বাক্যে সন্দেহ করা আমাদিগের উচিত হয় না, কিন্তু বোধ হয়, অনেকে ঐ কাণ্ডকে অনৈসর্গিক বোধ করিয়া উাঁহার বাক্যে অনাদর করিবেন।

ঢাকাবার্ত্তাপ্রকাশিকা বলেন, মাণিকগঞ্জের ডেপুটী মাজিষ্ট্রেট ঢাকাপ্রকাশ সম্পাদকের নামে জাইণ্ট মাজিষ্ট্রেটের নিকটে যে নাইবেল নালিশ করেন, জাইণ্ট মাজিষ্ট্রেট তাহাতে সম্পাদকের ১০০ টাকা দণ্ড করিয়াছেন। বার্ত্তাপ্রকাশিকা বলেন, মাজিষ্ট্রেট পক্ষপাত করিয়াছেন। আমরা দূরে আছি, পক্ষপাতের কথার অনুমোদন করিতে পারি না, কিন্তু আমরা একথা বলিতে পারি, ঢাকাপ্রকাশ ডেপুটী মাজিষ্ট্রেটের যে নিন্দা করিয়াছেন, তাহা কেবল দ্বেষমূলক নহে।

১৭ ই ফাল্গুন শনিবার।

চীন দেশ হইতে সম্বাদ আসিয়াছে, সিকিয়াঙ্‌ প্রদেশে বিদ্রোহিদিগের সহিত রাজসেনাদিগের এক যুদ্ধ হয়। তাহাতে রাজ সেনাগণ সম্পূর্ণরূপে পরাস্ত হইয়াছে। ফরাসী আফিসরেরা রণ স্থলে রাজ সেনাগণকে লইয়া যায়। একটী কামান ফাটিয়া তিন জন আফিসরের প্রাণ বিয়োগ হয়।

গবর্ণর জেনরল স্থানে স্থানে দরবার ও স্থানে স্থানে বক্তৃতা করিতেছেন। কিন্তু তাঁহার আগরার বক্তৃতাটী আমাদিগের নিতান্ত অপ্রীতিবিধায়িনী হইয়াছে। কেননা আগরা অঞ্চলের বাহিরে ভাল ভাল দরবার করিবার উদ্দেশ্য নয়, ইংলণ্ডেশ্বরী প্রতিনিধি স্বরূপে জয়পুরের ও রাজকীয় আহ্বান করিয়া সম্মান বর্দ্ধন করিলে ব্রিটিশ গবর্ণমেন্টের প্রতি তাঁহাদিগের ভক্তি প্রীতি হইবে ইহাই দরবার করিবার উদ্দেশ্য। কিন্তু গবর্ণর জেনেরলের আগরার বক্তৃতা রাজা ও সর্দ্দার সকলের অবমাননা হইয়াছে। আগামি বারে আমরা কিঞ্চিৎ বিস্তারিতরূপে এ বিষয়ের পুনঃ প্রসঙ্গ করিব।

সিলিকা বলেন বোম্বাইয়ের প্রধানতম বিচারালয়ের কর্মচারিরা পূর্ব্বমত ফী না পাইয়া নির্দ্ধারিত বেতন পাইবেন। ক্লার্ক সাহেব মাসে ২১০০ প্রধান রেজিষ্ট্রর কাপ্টেন আর ২৫০০ এবং আপিলিএট কোর্টের রেজিষ্ট্রর সিনহি ২৫০০ সহকারী রেজিষ্ট্রর হ্যারিয়াট ১১০০ টাকা পাইবেন। ইন্টরপ্রিটরদিগের ও বেতন বৃদ্ধি হইবে।

তিনি আরো বলেন জয়পুরের মহারাজা অপনার প্রধান মন্ত্রী পণ্ডিত শিবদীন এবং এজেন্ট কর্ণেল ব্রুক সাহেবের সহিত আসিয়া কৃতজ্ঞতা গবর্ণমেন্ট কালেজ দর্শন করিয়া শিক্ষার উন্নতির নিমিত্ত ১০০০ প্রদান করিয়াছেন।

তিনি আরো বলেন বৃহস্পতিবার গবর্ণর জেনরল ও লেপ্টেনন্ট গবর্ণর তাজমহলের উদ্যান দেখিতে গিয়াছিলেন, সেখানে প্রায় ৭০০ ৮০০ ছাত্র উপস্থিত হইয়াছিল।

বোম্বাইয়ের সভার সেক্রেটারি জগন্নাথ শঙ্করশেঠের সম্মতি ক্রমে, সর চারলস ট্রিবিলিয়নকে ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার ফিনান্সিয়াল মেম্বর হইয়াছেন বলিয়া, একখানি অভিনন্দন পত্র প্রদান করিয়াছেন। সর চারলস ট্রিবিলিয়নও সাদরে তাহা গ্রহণ করিয়া তাঁহাদিগকে ধন্যবাদ প্রদান করিয়াছেন।

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা।

১০ ই ফাল্গুন শনিবার।

আসাম, কাছাড় ও শ্রীহট্টে মজুর প্রেরণ বিষয়ে সিলেক্টকমিটি যে রিপোর্ট করিয়াছেন, ইডেন সাহেব তাহা সভার অর্পণ করিলেন।

অনেক তর্ক বিতর্কের পর এই বিল সাধারণের গোচরার্থ প্রকাশিত হইল। দুই সপ্তাহ পরে ইহা পুনর্ব্বার বিবেচিত হইবে।

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

৩১ এ জানুয়ারি বুধবার।

বর্দ্ধমানের কালেক্টরী উদ্ধার গবর্ণমেন্টের সং-ব পরিত্যাগ বিষয়ক বিলে সিলেক্ট কমিটি যে পোর্ট করিয়াছেন, মহামান্য লেপ্টেনেন্ট গব র তাহা সভায় অর্পণ করিলেন। উহা, বিধি-দ্ধ হইল।

ব্যক্তি অথবা সম্প্রদায় বিশেষের সাধারণের পকার হেতুর জন্য ভূমি লইবার বিলে সিলেক্ট কমিটি যে রিপোর্ট করিয়াছেন, হ্যারিংটন হেব তাহা সভায় অর্পণ করিলেন। উহা বিধি-দ্ধ হইল।

যে সমস্ত ভূসম্পত্তি হইতে সদর মালগুজারি য়, কর আদায় বিষয়ক যে বিল হইয়াছে রিংটন সাহেব তৎসংক্রান্ত সিলেক্ট কমিটির পোর্ট অর্পণ করিবার প্রস্তাব করিলেন। এই রপোর্ট অর্পিত হইলে বিল বিধিবদ্ধ হইল। -১৯ অব্দের ১০ আইন সংশোধন বিষয়ক ল (যাহা উত্তর পশ্চিমাঞ্চলে চলিবে) বিধি-দ্ধ হইল। আকিয়াব, রেঙ্গুন, মৌলমিন প্রভৃতি নে দেওয়ানী আদালত স্থাপিত করিবার বি ও বিধিবদ্ধ হইল।

এতদ্ভিন্ন আবকারী বিল ও সওদাগরী জাহা-র নাবিকদিগের বিল বিধিবদ্ধ হইল।

মেইন সাহেবের প্রস্তাবানুসারে সিঙ্গাপুর ভৃতির মিউনিসিপাল বিল বিধিবদ্ধ হইল।

ইলিস সাহেব রেজিষ্টারি করিবার বিল অর্পণ রিয়া, সিলেক্ট কমিটির হস্তে অর্পণ করিলেন।

হারিংটন সাহেব পতিত ভূমির উপর স্বত্ব বস্থার বিল অর্পণ করিলেন। উহা বিধিবদ্ধ ইল।

প্রধানতম বিচারালয়ের ম.উঁরেস হস্তে সকল কার্য্য আছে, মেইন সাহেবের প্রস্তাবা-সারে তাহা শীঘ্র নিষ্পত্তি করিবার বিল এক দেই বিধিবদ্ধ হইল।

ইউরোপীয় সমাচার।

লণ্ডন ২৯এ জানুয়ারি—আমেরিকার উত্তরাংশের সৈন্যেরা মিকসবর্গে পরাস্ত হইয়াছে। দক্ষিণাংশের সেনারা পরাজিত হইয়াও গাল ভেষ্টন ও টেকসাস পুনর্ব্বার অধিকার করিয়া-ছে। কেন্টকির গবর্ণর দাস বিক্রয় রহিত করি-বার ঘোষণা করিয়া দিয়াছেন। ফরাসী সম্রাট আমেরিকার কংগ্রেস সভায় সন্ধির প্রস্তাব করি-য়াছেন। রুসিয়াধিকৃত পোলাণ্ডে বিদ্রোহ এবং ...বল ও মিলেটারিদিগের পরস্পর ঘোরতর বিবাদ উপস্থিত হইয়াছে। নেপলসে এক বড় যুদ্ধ হইয়াছিল, তাহা প্রকাশ হইয়াছে।

লণ্ডন ২ রা ফেব্রুয়ারি—ফ্রান্স মধ্যস্থ হইয়া বিবাদের নিষ্পত্তির চেষ্টা করিবেন, ওয়াশিংটন দক্ষিণ দিগের নিকটে স্বীকার করিয়াছেন।

নিউ ইয়র্ক ১৭ ই জানুয়ারি—সেনাপতি ম্যাকক্লি-ল পদচ্যুত হইয়াছেন। সেনাপতি ব্রাগ সেনাপ-তি রোজেন ক্রান্সকে আক্রমণ করিবার জন্য সেনা সমভিব্যাহারে টেনেসি প্রবেশ করিয়াছে-ন। উত্তরাংশের সেনারা আরকেন্সস পোষ্ট অধিকার করিয়াছে। দক্ষিণাংশের সাত হা-জার সৈন্য উহার চতুর্দ্দিগে রহিয়াছে। সেকন কোষবর্গের নিউক আর্ টি ক্রীদের সিংহাসন গ্র হণ করিয়াছেন। শতকরা ৫ টাকা সিকিউরিটি হইয়াছে।

গ্রীসের পত্র প্রচারেন যে অসত্য কর, তাহা অলীক বলিয়া প্রতিপন্ন কর; হইয়াছে।

মিস্তার সিবল হাউসের মধ্যস্থতা প্রস্তাবে অনুমোদন করেন নাই। তিনি বলেন, দাস ব্যবসায়ই দক্ষিণাংশের বিদ্রোহের কারণ।

দক্ষিণাংশের সেনারা মেম্ফিস হইতে ইস্লাণ্ডের নীত হইয়াছে।

রিচমণ্ড হইতে সমাচার আসিয়াছে যে ইহা-দিগের আগমনে সেনাপতি ব্রাগ পূর্ব্বটেনিসি পরিত্যাগ করিয়াছে। ইহারা জল ও স্থলে গাল-ভেষ্টন ও টেক্সাস আক্রমণ করিয়াছে। দ-ক্ষিণাংশের সেনারা ৫ খান জাহাজ দ্বারা উত্তরাংশের যুদ্ধ জাহাজ সকল আক্রমণ করে। হ্যা-রিয়েট জাহাজের এক খানি গৃহীত হইয়াছে। অবশিষ্ট সমুদয় নিউ অর্লিয়ন্সে পলায়ন করি-য়াছে।

দক্ষিণাংশের সেনারা স্প্রিংফিল্ড অধিকার করিয়াছে। তথায় অনেক অস্ত্র ও রসদ সামগ্রী আক্রমণকারিদিগের হস্তগত হইয়াছে।

উত্তরাংশের সরকারি চিঠি দ্বারা প্রকাশ হইয়াছে, দক্ষিণাংশের সেনাগণ পরাস্ত হই-য়াছে।

যবন্যাইন্ড সেনাদিগের নিকটে বক্তৃতা ক-রিবার সময়ে বলিয়াছেন ক্যারোলিনা, আরকা-নসাস ও টেনিসিতে যে সকল যুদ্ধ হইয়াছে তাহাতে বিদ্রোহীদিগের বলক্ষয় হইয়াছে। তাহারা এক্ষণে হীনবল হইয়া রাগানকের নিকটে আছে অতএব তাহাদিগকে নষ্ট করিবার এই প্রধান সুযোগ। বিদ্রোহিরা ফ্রেডারিক্স-বর্গ প্রাচীরাবদ্ধ করিতেছে। বিদ্রোহীরা ওয়া-সিংটনের পথ রক্ষার্থ কসেল দুর্গ আক্রমণ করিয়া পরাজিত হইয়াছে। ৩০০০০ গবর্ণমেন্ট সেনা কিঙ্গষ্টনের দিকে গমন করিয়া বিদ্রোহিদি-গের অগ্রস্থিত সেনাদিগকে দূরীভূত করিয়াছে। জনসন দুর্গের নিকটে ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধ হইয়াছে। গবর্ণমেন্টের জাহাজের নৌকা গুলি অকর্ম্মণ্য করিয়াছে। বিদ্রোহিরা স্প্রিঙফিল্ড হইতে দূরীভূত হইয়া আরকানসাসের দিকে অগ্রসর হইতেছে, লিটলরক আক্রমণ করা ত হাদিগের অভিপ্রেত। গ্রাণ্ট মেম্ফিস হইতে পুনর্ব্বার বিক্স বর্গ আক্রমণ করিতে গমন করিয়াছেন। ভেও সাহেব বাদ্ধের যে প্রকার কার্য্য প্রণালী করিবার প্রস্তাব করেন মহাসভা তাহা অগ্রাহ্য করিয়াছেন। সভাপতি লিঙ্কলন দশ কোটি ডলারের নোট প্রচলিত করিয়া তাহা সেনা দেনা উভয়ে সমান রূপে গ্রহণ করিবার যে প্রস্তাব করেন মহাসভা তাহাতে সম্মত হইয়াছেন। সাধারণ তন্ত্র প্রিয় ২৬ জন মহাসভার সভ্য সভাপতি লিঙ্কলনকে এক পত্র প্রদান করিয়া বলিয়াছেন তাঁহার শাসন প্রণালীর উপর তাঁহাদিগের কোন বিশ্বাস নাই। বলিংহাম এক উত্তম বক্তৃতা করিয়া প্রস্তাব করিয়াছেন যুদ্ধে মধ্যস্থ করা কর্ত্তব্য আমেরিকার ব্যবস্থাপক সভা এক জন ...সভ্য ... নীত করিতে অসমর্থ হইয়াছেন ... ভেলিণ বিদ্রোহী মধ্যস্থতাকে ... ও বিভাগের স্বাধীনতা স্বীকার ... হইতে পারে না। এবিষয় লইয়া ... মহাসভায় বিশেষ আন্দোলন হইয়াছে। ... বলেন ইউরোপের গবর্ণমেন্ট ... হইয়া রহিয়াছেন তাহারা প্রতীক্ষা ... যে তাঁহারা উত্তর বিভাগের কার্য্যের ... করেন। দক্ষিণ বিভাগের লোকেরা ... দের সেনাদিগের দুষ্ক্রিয়ার ... য়াছে। তাহারা বলে দাসদিগকে মুক্ত করা ... দাস দ্বারা প্রভুদিগকে হত্যা করা যায়। ... আরোও বলে লিঙ্কলন বিদ্রোহ এ ... মনুষ্য বর্গের স্বাভাবিক জ্ঞানের উপর ... করিলে তাল বাক করিলেন।

লণ্ডন ৩রা ফেব্রুয়ারি।

বিদ্রোহিরা পরাজিত হইয়াছে। ... বাংশের সেনারা স্প্রিংফিল্ড হইতে ... হত হইয়াছে। সভাপতি লিঙ্কলন যে ... পা করিয়া ছিলেন তাহাতে ... রা বিদ্রোহী হইয়াছে। ১৫০০০০ দাসকে সৈন্য শ্রেণী ভুক্ত করিবার জন্য উত্তরাংশের কংগ্রেস সভায় একটি বিল হইয়াছে। কংগ্রেস সভায় ৯০০০০০০০০ টাকা তুলিবার জন্য বিল মঞ্জুর হইয়াছে। ফরাসী সেনারা মেক্সিকো হইতে বাহিরে প্রস্থান হইয়াছে।

কংগ্রেস সভায় সন্ধির প্রস্তাব ... হইয়াছে।

নিউ ইয়র্কে সোনের ৫০ টাকা ... হই-য়াছে। সেনাপতি মিডল পদ পরিত্যাগ করিয়াছেন।

বৌপাকরিত বাক্তির ... গমন জন্য লণ্ডনে একটি সভা হইয়াছে। ... জের সম্রাট উত্তরাংশের ... প্রস্তাব করিয়াছেন, ... নিযুক্ত না হইয়া বিবাদিগণকে সন্ধি করিতে ব-লিয়াছেন। লণ্ডন ব্রাডফোর্ড ও ... হইতে দাসদিগকে মুক্তি করিবার সভায় অধিবেশন হইয়াছিল। উত্তরাংশের লোকেরা ... কল্পনা করিয়াছেন তাহার আন্দোলন ... বার জন্য প্রস্তাব করা হইয়াছে। এপিসকোপাল সভা গবর্ণমেন্টের বিরুদ্ধে এক ... দিয়াছেন, ইহার মধ্যে ২৫৫ জন ... ও ৯৮ জন ... বলিয়াছেন।

লণ্ডন ১০ই ফেব্রুয়ারি।

৫ই ফেব্রুয়ারি মহাসভার অধিবেশন আরম্ভ হইয়াছে। রাণীর বক্তৃতা দ্বারা ... হইয়াছে বিবাহের জন্য এক কমিসন বসিবে। যুবরাজের ভরণ পোষণ জন্য ... প্রিন্স অব ওয়েলস হাউস অব লার্ডে ... জন সভা ... প্রবেশ করিয়াছেন। ... নশন পত্র সকল দেওয়া হইয়াছে। ... ইত পটমাক নদী ... সে স্থানের ... কতা ত্যাগ করিয়াছেন। হুকার তৎপরে নিযুক্ত হইয়াছেন। সেনাপতি ফ্রাঙ্কলিন ও সমনর পদচ্যুত হইয়াছেন। বিদ্রোহিরা ... দূরীভূত হইয়াছে। ফরাসীরা আকাপুলকো ... রে দোষ নিক্ষেপ করিয়া উক্ত দুর্গ অধিকার করিয়াছে। ব্রিটিশ ইণ্ডিয়া কোম্পানির ...

যে বাষ্পীয় জাহাজ ক্লাইড হইতে বো আসিতেছিল তাহা জলমগ্ন হইয়াছে। মাঝিকেরা কেহই রক্ষা পায় নাই। ক্লিপোকড নামক জাহাজ আমেরিকা হই- লিবরপুলে লাঙ্কেশায়রের মজুরদিগের খাদ্য দ্রব্য আনয়ন করিয়াছে। ৯ই ফাল্- ফরাসী গবর্ণমেন্ট ওয়াসিংটনের কর্তৃপ ক এই বলিয়া পত্র লিখিয়াছেন তাঁহারা কর মানিয়া সন্ধি করুন, নচেৎ সাক্ষাৎ সম হস্তক্ষেপণ প্রার্থনা করিয়া যুদ্ধ শেষ করুন। পোলাণ্ডের বিদ্রোহের সম্পূর্ণ বিবরণ জানা নাই।

এসিয়ার মহাসভার অধিকাংশ রাজার পক্ষে এণ্ডেম দিতেছেন। রাজা ঐ এণ্ডেমের তাহাদিগের প্রতিনিধিগণকে গ্রহণ করি অস্বীকৃত হইয়াছেন। উহা একটি সামান্য নাম প্রেরিত হইয়াছে। ফরাসী মহাসভা টিকে অভিনন্দন পত্র দিতেছেন, প্রিন্স নে লিয়ম কেবল তাহাতে অসম্মত। দম্পতী উহা অনুমোদনার্থ সাগৈমের লোকেরা বিশেষ আগ্রহ প্রকাশ করিয়াছেন। পিউবেলার সমুখর সী সেনারা মেক্সিকোয়দিগকে আক্রমণ করি প্রস্তুত হইতেছে। গিরির সন্ধ্যা কর হইয়া

কতকগুলি ধন পরিপূর্ণ জাহাজ ব্রেজিলের টি জলমগ্ন হওয়াতে তত্রত্য লোকেরা তাহ করে, তন্নিমিত্ত তত্রত্য গবর্ণমেন্ট ও ইংরাজ তের সহিত বিতণ্ডা হইয়াছে; ইংরাজ রণতরির ধ্যক্ষ পাঁচ খানি জাহাজ ধৃত করাতে জিল গবর্ণমেন্ট ক্ষতি পূরণ করিতে স্বী ত হইয়াছেন। কর্কি সাহেব কলিকাতার প্রধান ম বিচারালয়ের বিচারপতি হইয়াছেন। তার র্বের তুলা উপলক্ষে মাঞ্চেষ্টরের বণিক সম্প্র এক সভা করেন। ঐ সভা কলিকাতার গবর্ণ ন্টের বিরুদ্ধ অভিপ্রায় প্রকাশ করিয়াছেন। ওয়াটির লু (?) লাঙ্গবর্গের আলতারমান হ ছেন। ওয়ার্ক টের পরিবর্তে অলতারমা হইয়াছেন। কবিট পদত্যাগ করিয়াছেন। ওয়া তে শান্তি স্থাপিত হইয়াছে। ১৮৫১ অব্দের প্রদর্শনী সভার সম্মানার্থ চিহ্ন এই মূল প্রিন্স ওয়েলসের দ্বারা স্থাপিত হইবে। লক সাহে মান দ্বীপের লেপ্টেনন্ট গবর্ণর হইয়াছেন টিন সাহেবের পরিবর্তে রিড সাহেব রণত র প্রধান কার্য্যকারক হইয়াছেন।

নিউইয়র্ক ২৫এ জানুয়ারি।

অতিশয় বৃষ্টি হওয়াতে এবগলাইক রাপান নদী পার হইতে পারেন নাই।



গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনন্টগবর্ণরের

আদেশানুসারী নিয়োগ।

১৬ই ফেব্রুয়ারি—এইচ ক্লার্ক সাহেব বাকুড়ার শিক্ষা সংক্রান্ত লোকাল কমিটির মেম্বর হইবে- ন। ই, জে, সটন ওয়ার্ড সাহেব তাহার সম্পাদক হইবেন।

১৬ ই ফেব্রুয়ারি—বাবু মধুসূদন মল্লিক ও বাবু রমণীমোহন চৌধুরী রঙ্গপুরের শিক্ষা সংক্রান্ত লোকাল কমিটির মেম্বর হইবেন।

১৭ ফেব্রুয়ারি—টি. এইচ এইচ বর্ট সাহেব বালেশ্বরের প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন এবং ১৮৬১ অব্দের ২৫ আইনের ৩২ ধারা অনুসারে তথাকার ২য় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

এক ওয়ার সাহেব রাজসাহীর প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন এবং উক্ত আইন অনুসারে তথাকার ২য় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

আর এ বার্কলি সাহেব কাছাড়ের মেডিকেল কর্মচারী হইবেন।

মেদিনীপুরের ছোট আদালতের জজ বাবু বেণীমাধব ঘোষ ১৮৬১ অব্দের ২৫ আইনের ২১ ধারানুসারে প্রথমশ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইয়াছেন।

উত্তর বিভাগের রেবেনিউ সরবেয়র আর, বি, স্মার্ট সাহেব ১৮৩৩ অব্দের ৯ নিয়ম অনুসারে তথাকার ডেপুটী কলেক্টরের ক্ষমতা পাইয়াছেন।

এক, জে আলেকজণ্ডার সাহেব কিছুদিনের জন্য জঙ্গলপুরের প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কলেক্টর হইবেন।

১৮ ই ফেব্রুয়ারি—এক, সি কাউল সাহেব রঙ্গপুরের প্রতিনিধি সিবিল ও সেসন জজ হইবেন।

টী জে, সি গ্রাণ্ট সাহেব পঞ্চবেতার ভার প্রাপ্ত হইবেন এবং বাকুড়া ও মেদিনীপুরের মাজিষ্ট্রেট ও ডেপুটী কলেক্টরের ক্ষমতা পাইবেন।

লেপ্টেনান্ট, এক কবি সাহেব ছোটনাগপুরের অতিরিক্ত সহকারী কমিসনরের প্রতিনিধি হইবেন।

১৯এ ফেব্রুয়ারি—এইচ, আর মেডকস সাহেব জঙ্গলপুরের ১ ম শ্রেণীর মাজিষ্ট্রেট ও কলেক্টর হইবেন।

এক, আর ককবেল সাহেব মেদিনীপুরের মাজিষ্ট্রেট ও কলেক্টর হইবেন।

সি, জে মার্কেঞ্জি সাহেব বেহারের মাজিষ্ট্রেট ও কলেক্টর হইবেন।

আসামের পুলিস সহকারী সুপরিণ্টেণ্ডেণ্ট সি ডি মাকমুইন সাহেব বদলি হইয়া দিনাজপুরে গিয়াছেন।

১৯এ ফেব্রুয়ারি—জে, পারকার সাহেব পাবনার শিক্ষা সংক্রান্ত লোকাল কমিটির সেক্রেটারি হইবেন।

মৌলবী মহম্মদ কবিরুদ্দিন খাঁ এবং মুনসি দিয়ানাৎ সাহেব শিক্ষাসংক্রান্ত লোকাল কমিটির মেম্বর হইবেন।

মঙ্গলদিহির অতিরিক্ত সহকারি কমিসনর সি, পি, জন সাহেব ১৮৩৩ অব্দের ৯ আইনের ১ম ধারানুসারিণী ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

সি, মেরিভিল সাহেব ১৮৬২ অব্দের ৫ আইনের ২ ধারা অনুসারে কলিকাতা বন্দরে বাষ্পীয় নৌকা দেখিবার জন্য প্রতিনিধি মেম্বর হইবেন।

২০এ ফেব্রুয়ারি—প্রতিনিধি অধ্যাপক ইওয়ার্ট সাহেব মেডিকাল কালেজে এনাটমি, ফিজিওলজি, কম্পারেটিভ এনাটমি, ও জুলজির অধ্যাপক হইবেন।

জর্জ ই, ই, ওয়ার্ড সাহেব সাহাবাদের শিক্ষা সংক্রান্ত লোকাল কমিটির মেম্বর হইবেন।

২১এ ফেব্রুয়ারি—বাবু কালীপ্রসন্ন মিত্র অমজের ডিস্পেন্সরির প্রতিনিধি সব সিভিল সরজন হইবেন।

এইচ, এম, টমসন সাহেব দিনাজপুরের ছোট আদালতের জজ হইবেন, কিন্তু যে পর্য্যন্ত কোন অনুমতি না হয় তত দিন বাকরগঞ্জের প্রতিনিধি সিবিল জজ থাকিবেন।

২৪এ ফেব্রুয়ারি—এ, সি, মাঙ্গলস সাহেব বীরভূমের সহকারি মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন। ১৮৬১ অব্দের ২৫ আইনের ২২ ধারা অনুসারে তথাকার ১ম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

যশোর, ঝিনাইদহ, কোটচাঁদপুর ও নড়াইলের প্রতিনিধি জজ এইচ, বেলসাহেব মাগুরার ছোট আদালতের জজ হইবেন।

এল, সি, বেলি সাহেব বঙ্গদেশীয় গবর্ণমেণ্টের প্রতিনিধি জুনিয়র সেক্রেটারি হইবেন।

আর, পি, জেঙ্কিন্স সাহেব সাহাবাদের জইণ্ট মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর হইবেন, কিন্তু যে পর্য্যন্ত অন্য কোন অনুমতি না হয় তত দিন বীরভূমের মাজিষ্ট্রেট ও কালেক্টর থাকিবেন।

পত্রপ্রেরকের প্রতি।

শিবপুর রায় পয়ার গুলি উৎকৃষ্ট হয় নাই।

কবিরপুরের মজুমদার অতি সামান্য।

সবিশেষ না জানিয়া মাকড়দহের বিবাদের প্রচার করা বিধেয় হইতেছে না।

গোপালচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পত্র প্রকাশযোগ্য নহে।

অবস্থিত বিদেশ কবিকীর্ত্তি আমাদের মনোনীত হইল না।

পূর্ণচন্দ্র সাহেবের পত্র প্রকাশ করা হইতেছে না।



প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু।

শ্রীরামদাস সেন বহরমপুর ইতি স্বাক্ষরিত একটী বিজ্ঞাপন বিগত ৭ই মাঘের আপনার পত্রিকার পার্শ্বে প্রকাশিত দেখিয়া বিস্ময়

হইলাম। তিনি অধিকন্তু ৺ মদনমোহন তর্কালঙ্কার প্রণীত শিশুশিক্ষা বাসবদত্তা প্রভৃতি মুদ্রিত করিতেছেন। এ কি কথা? তিনি কাহার নিকট এই পুস্তক মুদ্রিত করিবার অনুমতি পাইলেন? তিনি কি জানেন না যে তর্কালঙ্কার মহাশয়ের রচিত যাবতীয় পুস্তক তদীয় পরিবারের একমাত্র জীবনাবলম্বন স্বরূপ। তৎসমুদয় আমাদিগের মূল ধন। তাহা হরণ করিতে হস্তপ্রসারণ করা নিতান্ত ন্যায়বিরুদ্ধ কার্য্য সন্দেহ নাই। বোধ হয় সেন মহাশয় বিশেষ না জানিয়াই এরূপ কর্ম্মে হস্তক্ষেপ করিয়াছেন। এক্ষণে সেন মহাশয়কে আমরা জানাইতেছি। গ্রন্থকার মহাশয় যখন জীবিত ছিলেন, তৎকালে তাঁহার পিতৃব্য মহাশয় বাসবদত্তা পুনর্ম্মুদ্রিত করিবার নিমিত্ত তাঁহাকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়াও সম্মতি লাভে সমর্থ হন নাই। যেহেতু তর্কালঙ্কার মহাশয়ের পাঠদশায় বাসবদত্তা অমুদ্রিত হইয়াছিল, পরে উক্ত মুদ্রিত করিতে তাঁহার লজ্জা বোধ হওয়াতে তাঁহার পিতৃব্যকে বারংবার নিষেধই করিয়াছিলেন। তাঁহার পিতৃব্য সংস্কৃত কালেজের লেখক ছিলেন। মুদ্রাযন্ত্রের [illegible] হওয়াতে ১২৫৪ সালে তিনি পদচ্যুত হন। ঐ সময়ে তর্কালঙ্কার মহাশয় মুর্শিদাবাদে [illegible] প্রধান ব্যবস্থাপক পণ্ডিত ছিলেন। তিনি বাটীতে কিয়দ্দিবস নিরবলম্ব হইয়া থাকিয়া অর্থের অসঙ্গতি হওয়াতে মুর্শিদাবাদে পত্র লিখিয়া উক্ত পুস্তক খানি ছাপাইবার মত চাহিয়াছিলেন। [illegible] পত্রের উত্তরে তর্কালঙ্কার মহাশয় এই কথা লিখিয়াছিলেন যে বাসবদত্তা আপনাকে দেওয়া গেল, উহা আপনার নামে ছাপাইবেন। আমার নামে ছাপা হইলে "রূপ প্রকাশ না হয়" ইত্যাকার লিখন দর্শনে পুস্তক ছাপাইতে তাঁহার অনুরোধ ছিলেন; অধিকন্তু তদীয় পিতৃব্য জীবিত আছেন। তাঁহার যে বিষয় সন্তোষকর নহে তাহা আমরা করিতে এযাবৎ সাহসী হই নাই। এক্ষণে সেন মহাশয় কি জন্য সেই পুস্তক ছাপাইতে প্রবৃত্ত হইয়াছেন? এক্ষণে তাঁহাকে সৎপরামর্শ দি, যদি তিনি মুদ্রাঙ্কন বিষয়ে কিছু ব্যয় করিয়া থাকেন তবে সেই ব্যয় আমরা দিব, তিনি মুদ্রিত পুস্তক সোমপ্রকাশ যন্ত্রে পাঠাইয়া দেন, নচেৎ লইয়া অধিক গোলযোগের আবশ্যক [illegible]।

[illegible]
ইং [illegible] } শ্রীমাখনলাল চট্টোপাধ্যায়
[illegible] } এতেক ইতি।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক

মহাশয় সমীপেষু!

১০ই ফাল্গুনের সোমপ্রকাশে কুলতলি নিবাসি শ্রীযুক্ত চন্দ্রকুমার তর্কবাগীশ [illegible] মহাশয় যে বলিতে বাগ্দান নিষেধের উল্লেখ করিয়াছেন, তদ্বিষয়ে এখন আমাদের অধিক কথা বলিবার প্রয়োজন নাই, [illegible]র উত্তর বিদ্যাভূষণ দিলেই ভাল হয় (১)। তর্কবাগীশ মহাশয় কৃতদার পাত্রে কন্যার বাগ্দান নিষেধক মনুবচনকে অপ্রকৃতার্থ বলিয়া স্বীকার করাতেই আমার পরিতোষ জন্মিয়াছে, তদ্বিষয়ে যাহা বক্তব্য এক্ষণে তাহা প্রকাশ করিতেছি।

আমাদিগের দাক্ষিণাত্য বৈদিক শ্রেণীর মধ্যে কিরূপ আদান প্রদান ভেদে কুলীন, বংশজ ও মৌলিকের ব্যবহার ভেদ প্রচলিত আছে তাহা জ্ঞাত করা আবশ্যক, অতএব তাহা লিখিতে হইল। আমাদিগের কুলীনে কুলীনে আদান প্রদানে বাগ্দান ব্যতীত সম্ভাবনা নাই। উহা কন্যা পাত্রের একমাস বয়ঃক্রমের পরেই কন্যা পাত্র স্থির করিয়া সম্পাদিত হইয়া থাকে, তাহাতেই কন্যা পাত্রের সমান বয়সে বিবাহ হয়। অতএব তাহা অতি কুৎসিত ব্যবহার। এ ব্যবহারটী মৌলিক ও বংশজদের নাই, তাহারদিগের অন্যান্য শ্রেণীর ও অপরাপর জাতির ন্যায় বিবাহের পূর্ব্বে কন্যা পাত্র স্থির করিয়া বিবাহ হয়। ঐ ব্যবহারটী কেবল কুলীনের ব্যবহার বলিয়াই আমরা উহাকে কুলমর্য্যাদা বলিয়া থাকি। তাহাতে কুলীনে কুলীনে আদান প্রদানে কৃতদার কুলীন পাত্রে কুলীন কন্যার বাগ্দান হইবার কোনরূপেই সম্ভাবনা নাই। কুলীনের বিবাহের পূর্ব্বেই হউক বা পরেই হউক ঐ বাগ্দত্তা কন্যা অনাথা হইলে সেই পাত্রে বংশজ ও মৌলিকেরা কন্যাদান করে এবং বিবাহের পূর্ব্বে ঐ পাত্র অনাথ্য হইলে সেই কুলীনকন্যাকে আর কুলীনেরা গ্রহণ করে না, মৌলিকেরাই বিবাহ করে, তদ্ভিন্ন মৌলিকেরা মৌলিকের কন্যাও গ্রহণ করিয়া থাকে। বংশজদিগের কুলীনের সহিত আদান প্রদান উভয় ব্যবহার হয় না, তাহারা উক্তরূপ কুলীন পাত্রে কন্যা দেন কিন্তু মৌলিকের কন্যা গ্রহণ করেন। আমাদিগের কুলীন, বংশজ ও মৌলিকের এইরূপ ভিন্ন ভিন্ন ব্যবহার প্রচলিত আছে।

আমি আমাদিগের কুলমর্য্যাদা প্রথা পরিবর্ত্ত বিষয়ক প্রস্তাব পুস্তকে যে কৃতদার পাত্রে কন্যার বাগ্দান নিষেধক মনুবচন প্রমাণ দিয়াছি, সে নিষেধটী যদি অপ্রকৃতার্থ হইল, তবে স্মৃতিশাস্ত্রে যে দ্বিতীয় তৃতীয় বার বিবাহের বিধি আছে, অবশ্য তাহাকে অপ্রশস্ত বলিতেই হইবে সুতরাং আমাদিগের বংশজ ও মৌলিকেরা বা অন্য অন্য শ্রেণী ও অপরাপর জাতিরা যে কৃতদার পাত্রে কন্যার বাগ্দান করে, তাহা যদিও অপ্রসিদ্ধ নহে, কিন্তু প্রশস্তও নহে, তাহাকে অপ্রশস্ত বলিতেই হইবে। যদিও ঐ নিষেধটী অপ্রশস্ত নিষেধ বটে, তথাপি অস্মদ্দাক্ষিণাত্য বৈদিক শ্রেণীর মধ্যে বংশজ ও মৌলিকের ব্যবহার ভেদে কুলীনে কুলীনে আদান প্রদানে কন্যার বাগ্দান করিবার সম্ভাবনা, ঐ অপ্রশস্ত নিষেধটী আমাদিগের পক্ষে প্রকৃত নিষেধরূপে আছে, তর্কবাগীশ মহাশয় বিবেচনা করিলে উপলব্ধ করিবেন ইতি

১৫ ফাল্গুন ১২৬৭

শ্রী[illegible]চন্দ্র দেবশর্ম্মা

(১) যেহেতু গত ৩১এ ভাদ্রের সোমপ্রকাশে বিদ্যাভূষণ মহাশয় লিখিয়াছেন যে "বাগ্দান বাক্যের অর্থ বাক্যে দান করা।" "বিবাহের অন্য অন্য অঙ্গ যখন রহিত হইবে, তখনও বাগ্দান রহিত হইবে না। আমি আমার কন্যাকে অমুকের পুত্রের সহিত বিবাহ দিব, এ প্রতিজ্ঞা তখনও করিতে হইবে সন্দেহ নাই. বিবাহ উঠিয়া না গেলে এ প্রতিজ্ঞা উঠিয়া যাইবার সম্ভাবনা কি?"

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু

ছয় মাস অতীত হইল, আমি পশ্চিমে আগমন করিয়াছি। এ অঞ্চলের দুই চারি নগরীতে অবস্থিতি করিয়া অনেক বিষয় অবগত হইয়াছি। পর্ব্বত শ্রেণীর শোভা, সুবিস্তৃত ক্ষেত্র সকল বিস্তৃত শস্য লতা উদ্ভিজ্জের অত্যাশ্চর্য্য সৌন্দর্য্য, অপেক্ষাকৃত স্বাস্থ্যকর জল ইত্যাদি বিবিধ সৌন্দর্য্য অবলোকন করিয়া [illegible]ত হইয়াছি। বাহ্যবস্তু একবারে পর্য্যালোচনা করিয়া যদিও এ অঞ্চলকে উত্তম স্থান বলা যায় বটে কিন্তু অন্যান্য বিষয় অবলোকন করিলে "[illegible] স্থান" একথা বলিতে আর ইচ্ছা [illegible] [illegible] কর্ম্ম ক্ষেত্রের প্রতি নেত্রপাত [illegible] চিত্ত সন্তুষ্ট ও বিস্মিত হইতে হয়; [illegible]র রীতি নীতি, কি আচার পদ্ধতি, কি ধর্ম্ম প্রণালী যে দিকেই দৃষ্টিপাত করা যায় তাহাতেই দুঃখিত [illegible] হইতে হয়, বিশেষতঃ এতদ্দেশবাসী [illegible] যুবগণের বিষয় পর্য্যালোচনা করিলে [illegible] আন্তরিক শোকের উদয় হইতে [illegible] দের আচার ব্যবহার [illegible] ভাব ধারণ করিয়াছে। [illegible] ইহাদের হৃদয় কিয়ৎ পরিমাণে [illegible] হইয়াছে এবং ইঁহারা কিঞ্চিৎ [illegible] করিতে পারিয়াছেন বটে কিন্তু তাঁহারা [illegible]র বচন হওয়া দূরে থাকুক কেবল [illegible] পর করিতেছে তাহাতে পরিবর্ত্তনের স্রোত [illegible]হিত হইয়া সুখ বর্দ্ধিত না হইয়া বরং অনেকের দুঃখ পারাবার স্ফীত করিতেছে। এই [illegible] সম্প্রদায়ের বাহ্য সভ্যতা বেশ ভূষার [illegible] সামাজিক ভদ্রতা এবং লৌকিক নম্রতা [illegible] আশা [illegible] আচ্ছাদিত হইতে হয়, তখন [illegible] হইতে থাকে যেন ভারতের সৌভাগ্য সূর্য্যের [illegible] হইয়াছে কিন্তু হায়! কি পরিতাপ! যখন উহাদিগের চরিত্রের অপবাদ [illegible] দৃষ্টিপথে উপনীত হয়, তখন আমাদের সকল আশা [illegible] নিস্তেজ হইতে থাকে। সে [illegible] কেবল পাশ্চাত্য আচরণে কলঙ্কিত দেখা যায়। ইঁহাদের

... বিপরীত ভাব ধারণ করে, ইহ্‌ঁ... ... যুগান্তর উপস্থিত বোধ হয়। ... র্গ বিবর্জ্জিত হইয়া কেবল ইন্দ্রিয় ... কিম্বা স্ব স্ব স্বভাবকে বশীভূত ... ভিকর্ত্তব্যতা বিমূঢ় হইয়া স্বদেশ্‌... ... ইচ্ছা করিতে যেন সংকল্প করিয়া ... হাঁদের কি বিপরীত সংস্কার স... ... ম ?

... মহাশয়! যখন এই বঙ্গবাসিগণ ... মক অমানীয় স্নেহ পাশচ্ছেদ করি- ... দে স্বজন বর্গের প্রেম শৃঙ্খল ভেদ ... সি পরিত্যাগ পূর্ব্বক বিদেশাভিমু- ... না করিতে থাকিলেন, তখন ইঁহা ... করিয়াছিলেন? অর্থোপার্জ্জন ক- ... ক্তি তাঁর দুঃখ মোচন স্বদেশের ... ন, স্বকীয় সৌভাগ্য বর্দ্ধন, অনাথ দ- ... দৈন্য নিবারণ এবংপ্রকার শুভ ইচ্ছা যে ... ইঁহাদের অন্তরে বলবতী ছিল ইহা- ... সন্দেহ নাই। কিন্তু কি কোভের বি ... সে সকল পবিত্র ভাব কেন অন্তর্ধা- ... এক্ষণে কি অভিমত অর্থ উপার্জ্জনে ... না তাহার যথার্থ ব্যবহার বিস্মরণ ক ... কে মহানর্থের কারণ করিয়া ফেলিলে- ... ক্ত দশ প্রকারে জ্ঞানোন্নতি হওয়াতে ক- ... উত্তম রূপে জানিতে পারিয়া তৎসা- ... লীন হইয়াছেন? ইন্দ্রিয় সেবায় ... হলেই কি অর্থের সার্থকতা সাধন হয়? ... যাচ্ছেন্দ্য করাই কি যথার্থ মনুষ্য ... ক মহাশয়! ইঁহারা বিদেশে আসিয়া ... লোকই স্বাধীনতা প্রাপ্ত হইয়াছেন। ... তাই ইঁহাদের উল্লিখিত অসৎ কা- ... এক প্রকার মূলীভূত কারণ বলি- ... হইতে পারে। সম্পাদক মহাশয়! ... বাকে একটী কথা জিজ্ঞাসা করি, ... মনুষ্যের ঈশ্বর-দত্ত প্রধান অধি- ... র, সেই স্বাধীনতাই কি এই প্রকার?

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক

মহাশয়েষু।

... গত সপ্তাহে সোমপ্রকাশে শম্ভুনাথ বাবুর হাইকোর্টের বিচারাসনে আসীন হইবার সংবাদ অবগত হইয়া যার পর নাই আহ্লাদিত হই ... হইবে না কেন, ইহা অপেক্ষা আহ্লা- দের বিষয় আর কি হইতে পারে? বোধ হয় ... বিলম্বক্ত বা তদধিক ভিন্ন সমুদায় ব্যক্তিই এই সংবাদে আহ্লাদিত হইয়াছেন। এই নিয়োগ দ্বারা চিহ্নিত ও অচিহ্নিত কর্ম্মচারী বলিয়া যে একটা... বর্জ্জিত ভ্রম আছে তাহার কি- ঞ্চিৎ ... হইল বটে, কিন্তু সম্যক প্রকারে দূর হইল না, বোধ হয় সে আশা পূর্ণ হইবার সময় এখনও উপস্থিত হয় নাই। যাহা হউক, শম্ভু বাবু যে সকল সম্মান পরম্পরার অধিকারী হ ইয়া দীর্ঘকাল সুখ্যাতির সহিত সদর আদা- লতে ওকালতী করিয়া উক্ত তম আদালতের বি- চারপতি হইয়া ... সহস্র টাকা বেতন পাইতে লাগিলেন, সেই প্রকার গুণ ও যোগ্যতা বিবেচ- নায় জেলা আদালতের উকীলেরা এক কালে প্রধান সদর আমিনী পদ ও চারিশত টাকা বেত ন না পান কেন? এই বিষয়ে আমি জেলাস্থিত যোগ্য উকীল গণকে সম্বোধন পূর্ব্বক এতৎ পরি কাঁহারা নিবেদন করিতেছি, অতঃপর তাঁহারা সমাবেত হইয়া এই বিষয়ের জন্য হাইকোর্টের দ্বারা গবর্ণমেণ্টে প্রার্থনা করুন, তাহা হইলে তাঁহাদিগের অভিলাষ সিদ্ধ পক্ষে বড় বিলম্ব হইবেক না। তদ্দ্বারা দ্বিবিধ উপকার সাধিত হইবেক। অপেক্ষাকৃত অধিক বেতনে অথবা স্বক- ল্প ব্যয়ে যাইতে অনিচ্ছা বশতঃ যে সকল মহৎ ব্যক্তি মুন্সেফী কার্য্যে বিরত হইয়া জেলা কোর্টের ওকালতী করিতেছেন, তাঁহারা অসা- ধারণ গুণজ্ঞ যোগ্য ও বিচারক্ষম হইলেও কখন বিচারপতি হইতে পারেন না, এই যে অন্যায় নিয়ম আছে তাহা রহিত হইলে তাঁহারাও ই- চ্ছা পূর্ব্বক ঐ পদ স্বীকার করিবেন। এবং বাদি প্রতিবাদিগণ ক্ষুদ্র মোকদ্দমার আদালতের জজ হও- য়ার ন্যায় জেলা কোর্টের উকীল শ্রেণীর গৌরব বর্দ্ধিত হইয়া জেলাকোর্টের উকীলগণ একটী স- ম্মানের পদ হইয়া উঠিবে। দ্বিতীয় ("কেবল কা- মার গুণে পুত্র মুখ দেখার ন্যায়") অনুপযুক্ত মুন্সেফগণ কেহবা আমলার কেহবা উকীলের কেহবা পক্ষ পক্ষান্তরের অনুরোধের সাহায্যে বিচার কার্য্য সমাধা করিয়া গবর্ণমেণ্টের চক্ষে ধুলি দিয়া যে উচ্চ পদ প্রাপ্ত হইতেছেন তখন আর ঐরূপ না হইয়া যোগ্য ও উপযুক্ত পাত্রের পুরস্কার হইবে।

একান্ত বশংবদ

৫ ই ফাল্গুন ১২৬৯ } শ্রীজয়গোপাল বন্দ্যোপাধ্যায় বহরমপুর।

প্রাপ্ত মূল্য।

শ্রীযুক্ত বাবু ভবতচন্দ্র ঘোষাল ফতেগড়
১২৭০ বৈশাখ অবধি চৈত্র পর্য্যন্ত কোং ১৩।০
" তারিণীচরণ চট্টোপাধ্যায় পটলডাঙ্গা
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত কোং ১০ ঐ
" কালিদাস বন্দ্যোপাধ্যায় দেবগ্রাম
১২৬৯ ভাদ্র হইতে মাঘ পর্য্যন্ত কোং ৫ ঐ
" দুর্গামোহন দাস বরিশাল
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত কোং ১৩ ঐ
" রাধাগোবিন্দ দত্ত মজোফরপুর
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত কোং ৫
" কালীচরণ চট্টোপাধ্যায় দিনাজপুর স্কুল
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত কোং ৫৪০
" মহিমচন্দ্র দাস চুনাগলি
১২৬৯ ভাদ্র হইতে মাঘ পর্য্যন্ত কোং ৫ ঐ
" বৃন্দাবনচন্দ্র রায় মণিরাম বাটী
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ মাঘ পর্য্যন্ত কোং ১৩
" শ্রীপতি মুখোপাধ্যায় শান্তিপুর
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ মাঘ পর্য্যন্ত কোং ১৩
" মেদিনীপুর লাইব্রেরি মেদিনীপুর
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত কোং ৫ ৬০
" মহেশচন্দ্র বিশ্বাস সংস্কৃত কালেজ
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ আশ্বিন পর্য্যন্ত কোং ৫১০
" শশিভূষণ রায় জেলা ... ১
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত কোং ৫।০
" শ্যামাচরণ ঘোষ যশোহর চৌগাছ,
১২৬৯ পৌষ হইতে ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত কোং ৫৪০
" কালীকিঙ্কর রায় চট্টগ্রাম
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত কোং ৫ ৬

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটী বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে মফস্বলে সোমপ্র- কাশ প্রেরণ করা যায় না।

ইহার অগ্রিম মূল্য বার্ষিক ১০ এবং ষাণ্মা- সিক ৫৪ টাকা, ছয় মাসের ন্যূনে মূল্য লওয়া যায় না।

যাঁহারা সোমপ্রকাশের মূল্য ডাকে টিকিট পাঠান তাঁহারা এক অথবা আধ আনার ক... মূল্যের ও রসীদের টিকিট না প্রেরণ করেন।

যখন তিনি মফস্বল হইতে সোমপ্রকা... র মূল্য পাঠাইবেন তাহা যেন রেজিষ্টরি করিয়া দেন।

পূর্ব্বপ্রদত্ত মূল্যের কাল অতীত হইলে ম- ল্য পাঠাইতে কেহ যেন অনর্থক বিলম্ব না করেন।

যাঁহাদিগের মূল্য দিবার সময় অতীত হই- য়া যাইবে, সপ্তাহমাত্র সময় প্রতীক্ষা করিয়া প্রথমে সোমপ্রকাশে প্রচার করিয়া তাহার পর চিঠি লিখিয়া জানান হইবে, ইহাতে ... হইতে কোন উত্তর অথবা মূল্য না পাওয়া যায় কাগজ বন্ধ হইবে। মূল্যের নিমিত্ত চিঠি বেয়া- রিং পাঠান হইবে। কলিকাতা ও ... লোকে আমাদিগের নামে চিঠি ... মরা শীঘ্র পাইব।

যাঁহার যখন সোমপ্রকাশ পরিত্যাগ করিবে- র ইচ্ছা হইবে চিঠি লিখিয়া না জানাইলে তাহা গ্রাহ্য করা যাইবে না।

কেহ সোমপ্রকাশে বিজ্ঞাপন দিতে ইচ্ছা করিলে তাঁহাকে প্রথম বার প্রতি পংক্তি ৫০ আনা দ্বিতীয় বার /১০ আনা তৃতীয় বার /০ আনা দিতে হইবে। তাহার পর ১১০ টাকা কমিসন বাদ দেওয়া যাইবে।

মফস্বলের যাঁহারা সমর্থ হইবেন, তাঁহা- দিগের অতন্ত্র ডাকমাশুল দিতে হইবে

এই পত্র কলিকাতার পূর্ব্ব মাইল দেড় ... মাপুর চৌমাথার দক্ষিণ চাঙ্গরিপোতায় শ্রীদ্বারকানাথ বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার প্রকাশিত হয়।

সোমপ্রকাশ

" মহতাং রাজনিঃশ্বিতাং পার্থিবঃ অবজ্ঞেয়ী মুনিরঃ ন ধীমতাং। "

৫ ভাগ। ১৭ সংখ্যা। | সন ১২৬৯। ২৩এ ফাল্গুন। ইং ১৮৬৩। ৯ মার্চ্চ | অগ্রিম মূল্য ২ টা বার্ষিক অগ্রিম ১০

সোমপ্রকাশের অবয়ব

সংক্রান্ত বিজ্ঞাপন।

সোমপ্রকাশের আর এক ফরমা বৃদ্ধি হইয়াছে। অতঃ পর যাঁহারা যাণ্মাসিক ...ল্য দান করিবেন, তাঁহাদিগকে ৫॥০ সাড়ে ...াচ টাকা দিতে হইবে, বার্ষিক অগ্রিম ...ল্য ১০ টাকা) অপরিবর্ত্তিত রহিল। ...ফস্বলের গ্রাহকদিগকে স্বতন্ত্র ডাক মাসুল ...িতে হইবে। বার্ষিক ডাক মাসুল ৮।০ কিন্তু যাঁহারা মূল্য প্রেরণ সংক্রান্ত চিঠি বে...রঙ্গী করিয়া দিবেন, তাঁহারা তাহার ব্যয় (চারি আনা) বাদ পাইবেন। যাঁহারা স্বতন্ত্র ডাক মাসুল দিতে অসমর্থ হইবেন, তাঁহারা ...বেন আমাদিগের প্রত্যয় হইলে তাঁহাদিগকে মাসুল দিতে হইবে না।

বিজ্ঞাপন।

ফরিদপুর জিলার অন্তঃপাতী বাটকেমারি ...ধবলতপুর নামে যে পত্তনি তালুক আছে, ...াহা দরপত্তনি দেওয়া অথবা বিক্রয় করা ...াইবে। যাঁহার সেই তালুক দরপত্তনি লই...ার অথবা ক্রয় করিবার ইচ্ছা আছে, তিনি ...লিকাতার আর্ব্বন ভিলক কোম্পানির নিক...ট আবেদন করিলে সবিশেষ বৃত্তান্ত জানিতে ...ারিবেন।

বিজ্ঞাপন।

রামবাবু, হরু ঠাকুর রাম নৃসিংহ, গোঁজ... ...বিরাজ, নিত্যানন্দ বৈরাগী, কৃষ্ণমোহন ...ট্টাচার্য্য প্রভৃতি প্রাচীন কবিওয়ালাদিগের ...বর উত্তম গানগুলি সংগৃহীত ও একত্রিত করিয়া মুদ্রিত করা গিয়াছে। পুস্তকের মূল্য ১ এক টাকা মাত্র।

কলিকাতা।

বহুবাজার ষ্ট্রীট ১৭ নং বাটী।

শ্রীবঙ্কুগোপাল চট্টোপাধ্যায় এবং কোং

বিজ্ঞাপন।

মৃত মহাত্মা মদনমোহন তর্কালঙ্কার প্রণীত বাসবদত্তা গ্রন্থ কেহ ছাপাইতে পারিবেন না। কারণ তদীয় পিতৃব্য ৺ রামরত্ন ভট্টাচার্য্য মহাশয়কে উক্ত পুস্তক লিখিয়া দান করিয়াছেন। তৎসূত্রে আমরা তাঁহার পিতৃব্যের উত্তরাধিকারী বর্ত্তমান আছি। আমরা ভিন্ন বাসবদত্তার দান বিক্রয়ের স্বত্বাধিকার অন্য কাহারও নাই। অতএব শ্রীযুক্ত বাবু রামদাস সেন মহাশয় নিষ্ফল প্রযত্ন করুন এই আমাদিগের অনুরোধ।

শ্রীরামলাল চট্টোপাধ্যায়

১২৬৯। ৯ ফাল্গুন কুমিল্লা

২২১

বিজ্ঞাপন।

ডাক্তর হানিগবরজর সাহেবের প্রসিদ্ধ এলাউঠার ডিস্পেন্সারি একণে ধর্ম্মতলা বাজারের উত্তরে গোলাগাজার মসজিদের নিকট পশ্চিমে কসাইটোলা ষ্ট্রীটের ৩৬ নং বাটীতে স্থাপিত হইয়াছে। যাহার ঔষধ কিম্বা ওলাউঠা রোগের চিকিৎসার প্রয়োজন হইবেক উক্ত বাটীতে আমার নিকট আইলে অথবা সংবাদ পাঠাইলে অবিলম্বে এবং অল্প মূল্যে ঔষধ চিকিৎসা ও ডাক্তর হানিগবরজর সাহেবের বহি পাইবেন ইতি

২২১

আবদুল আজিজ

অধ্যক্ষ

বিজ্ঞাপন।

ইবন্‌ ক্লার্ক এণ্ড সন্স মহোদয় আমদানীয় বিক্রয়ের আজেন্সী তুর্কী গোলাপ চা আমদানী পশ্চিম উত্তম নূতন শ্রীমতীর বিক্রয়ার্থে আছে যাঁহার যাহা আবশ্যক নির্দিষ্ট মূল্যে পাইবেন।

মার্ক ৫ ২

সোমপ্রকাশ।

২৩ এ সোমবার।

মেডিকাল কালেজের বাঙ্গালা ও সর্জ্জন চীবর্স।

কলিকাতা মেডিকাল কালেজের প্রিন্সিপাল সর্জ্জন চীবর্স তত্রত্য বাঙ্গালা ছাত্রদিগের প্রতি যেরূপ অনাচার আচরণ করিয়াছেন, তাহা আমাদিগের পাঠকগণের স্মরণ আছে সন্দেহ নাই। মেডিকেল কালেজের বাঙ্গালা ক্লাসের ছাত্রদিগের কালেজ পরিত্যাগ সমাচার শুনিয়া অবধি এ বিষয়ে তিনি প্রকাশ করিয়াছেন যে পাল তাহাদিগকে পুনরায় কালেজে গ্রহণ করেন। কিন্তু তাঁহার ধনুর্ভঙ্গ পণ রহিয়াছে, তিনি কোন রূপে সে প্রতিজ্ঞা ভঙ্গ করিতে চাহেন না। তিনি এক দিন পণ করিয়া কাটাইয়াছিলেন। অদ্য শুনিলাম, আর কাঁহার নিকট অনুনয় করিয়া সারিবারও পথ বন্ধ হইয়া সোমবার লেপ্টেনন্ট গবর্ণর আজ্ঞা করিয়াছেন যে তিনি

পুনঃ প্রবেশিত হয়েন। পাঠক
ংবাদ শুনিয়া কি মনে করিলেন,
ত্রদিগকে আহ্বান করিয়াছেন?
াহা করেন নাই; এখনও তিনি
থিতেছেন যদি কোন উপায়ে
ট গবর্ণরের আজ্ঞার বৈকল্য স
করিতে পারেন।

ব্যবহার দ্বারা দুটী বিষয় সপ্রমাণ
। এক, প্রিন্সিপালের স্বভাবগত
দোষ আছে, অন্যথা তিনি কেন
. লেপ্টেনণ্ট গবর্ণরের আজ্ঞার
রণ করিবেন? দ্বিতীয়, তাঁহার
ঃ দোষেই বাঙ্গালা ক্লাসের ছা
:লজ পরিত্যাগ করিয়াছে। তাহা
হইবে, তিনি তাহাদিগের প্রতি
প্রদর্শন করিতেছেন কেন?
াব স্মরণ হইতেছে তিনি এক
সমাদে লিখিয়াছিলেন, তিনি
ক্লাসের প্রতি দুর্ব্যবহার করেন
ত্রা কুলোকের কুমন্ত্রণায় তাদৃশ
করিতেছে। কিন্তু তিনি যদি
না করিয়া থাকেন, ছাত্রদিগের
াহার শত্রুভাব জন্মিবার কোন
া যাইতেছে না; ছাত্রেরা নির্ব্বু
ঃ অন্যের পরামর্শের অনুসরণ
পন্নাদিগের বালকতার পরিচয়
লির তাহাদিগের প্রতি করুণাই
ারে, যাহার প্রতি করুণা জন্মে
তি কি নির্দ্দয় ব্যবহার সমুচি
। হউক, নর্ম্মাল চৌবর্ষ এক দুর
যদি গোপনে লেপ্টেনণ্টের গব
প্রায় জ্ঞাত হইয়া কার্য্য করি
। হইলে নিঃসংশয় মানে মানে
পারিতেন। বোধ হয়, এইবারে
ক্ষা হইল, তিনি ইহার পর অবধি
হইয়া কার্য্য করিবেন। এই
ত্রিত হইবার উপক্রম সময়ে
ইলাম গত শুক্রবার ছাত্রদিগকে
আহ্বান করা হইয়াছে।

ঢাকাপ্রকাশ সম্পাদকের দণ্ড।

মাণিকগঞ্জের ডেপুটি মাজিষ্ট্রেট বাবু শ্যামচাঁদ নাথ উক্ত সম্পাদকের নামে যে অভিযোগ করেন, তাহাতে সম্পাদকের ১০০ টাকা দণ্ড হইয়াছে। পাঠকগণ এ সম্বাদ গত বারের বিবিধ সম্বাদে দেখিয়াছেন। কিন্তু এবারে আমরা ঢাকাপ্রকাশে দেখিলাম, তত্রত্য জাইণ্ট মাজিষ্ট্রেট অন্যায় করিয়া সম্পাদকের দণ্ড করিয়াছেন। প্রথম, ঢাকাপ্রকাশ বলেন, শ্যামচাঁদ নাথ ঢাকাপ্রকাশের নামে উৎকোচ গ্রহণ সংক্রান্ত অভিযোগ করেন, কিন্তু ঢাকাপ্রকাশে শ্যামচাঁদ নাথকে উৎকোচ গ্রাহী বলিয়া কুত্রাপি লিখিত হয় নাই। অভিযোগ একরূপ ও বিচার অন্যরূপ এ সামান্য অদ্ভুত নয়? অথবা অদ্ভুতই বা কি? অনেক আদালতেই আজি কালি ঐচ্ছিক বিচার হইতেছে। হিলির বিষয়ে কি হইল? তাহার দাদা স্থলে উপস্থিত থাকিবার অভিযোগ আদালতে উপস্থিতই হইল না। বিশেষতঃ রাজসংক্রান্ত কর্ম্মচারির প্রতি রাজকর্ম্মচারির কিছু স্নেহ হইয়া থাকে। উপস্থিত স্থলে শ্যামচাঁদ নাথ ডেপুটি মাজিষ্ট্রেট অভিযোক্তা, আর বিচার কর্ত্তা জাইণ্ট মাজিষ্ট্রেট। তাঁহাদিগের পরস্পর স্নেহবান হওয়া অযুক্ত নহে। তাঁহারা যদি পরস্পরের প্রতি স্নেহশূন্য হন, অন্যে অনায়াসে পরাভব করিতে পারে। অপদস্থের নিকটে পদস্থের পরাভব কিরূপে সঙ্গত হয়?

দ্বিতীয়, জাইণ্ট মাজিষ্ট্রেট ঢাকাপ্রকাশের বক্তব্য এবং তাঁহার পক্ষসমর্থনকারির বাক্য যথোচিতরূপে শ্রবণ করেন নাই। তিনি পূর্ব্বাবধিই শ্যামচাঁদের দিকে ঢলিয়াছিলেন। যাহা হউক, ঢাকাপ্রকাশ কোনরূপে যেন ভগ্নোৎসাহ না হন। এইরূপে যদি বিচার কার্য্য অযথাবিধি নির্ব্বাহ হয়, সুবিচার প্রত্যাশা কি?

গুরুট্রেণিং স্কুল।

আমরা ১২ই ফাল্গুনের সোমপ্রকাশে
এতৎসংক্রান্ত যে প্রস্তাব লিখিয়াছিলাম
উক্ত বিদ্যালয়-পক্ষপাতী এক ব্যক্তি ত
হার প্রতিবাদ করিয়া এক পত্র প্রেরণ ক
রিয়াছেন। পত্র যথাস্থানে প্রকটিত হইল।

পত্রপ্রেরক বলেন যে সকল গুরু
মহাশয়ের কোন ক্রমেই উন্নতির সম্ভাবন
নাই, তাহারা প্রস্তাবিত গুরু ট্রেণিং স্কুলে
অধ্যয়ন করিতে যাইবে না। ১৬। ১৭ বৎ
সর অবধি ৩০। ৩২ বৎসর পর্য্যন্ত বয়
ব্যক্তিরাই ঐ বিদ্যালয়ে অধ্যয়ন করিবেন
আর এক স্থলে লিখিয়াছেন "নর্ম্মাল স্কুল
সকল যেরূপ উপাদানে নির্ম্মিত হইয়া
থাকে, ট্রেণিং স্কুল সকলও সেইরূপ উ
পাদানে নির্ম্মিত হইতেছে। নর্ম্মাল স্কু
লের ভূতপূর্ব্ব শিক্ষকেরাই ট্রেণিঙের শি
ক্ষকতা কর্ম্মে নিযুক্ত হইয়াছেন।" এ
দ্বারা প্রতীয়মান হইতেছে, গুরু ট্রেণিং
স্কুলকে রূপান্তর নর্ম্মাল বিদ্যালয় বলিয়া
প্রতিপন্ন করাই পত্রপ্রেরকের অভিপ্রেত।
ইহা যদি রূপান্তর নর্ম্মাল বিদ্যালয় হয়,
তথাপি আমাদের আপত্তি নিরাকৃত হই
তেছে না। স্বতন্ত্র প্রযত্নে প্রয়োজন কি?
যে কয়েকটি নর্ম্মাল বিদ্যালয় আছে তা
হার উন্নতি কল্পে, গুরু ট্রেণিং বিদ্যাল
য়ার্থ প্রদত্ত অর্থ (৩০০০০) প্রদান করি
লে ট্রেণিং বিদ্যালয় অপেক্ষা বহুগুণে
অধিক ফল লাভ হইতে পারে। গুরু ট্রে
ণিং স্কুলের নিমিত্ত স্বতন্ত্র ইনস্পেক্টর নি
যোজিত হইয়াছেন; ইহার নিমিত্ত একটি
অতিরিক্ত ইনস্পেক্টর পদের সৃষ্টি হই
য়াছে, ইহার গৃহের ব্যয় ও স্বতন্ত্র সর
ঞ্জামি খরচ লাগিবে, অথচ এখানে নর্ম্মা
ল স্কুলের ন্যায় শিক্ষা হইবে না। শেষ প
পত্রপ্রেরক স্বয়ংই স্বীকার করিয়াছেন।
এরূপ যদি হইল, স্বতন্ত্র ট্রেণিং স্কুল করি
য়া বৃথা অধিক-ব্যয় স্বীকার করিবার প্র
য়োজন কি? অল্পায়াসের ব্যয় ও বাহ

খরচ গুলি প্রকৃত শিক্ষা বিষয়ে প্রদত্ত হইলে অধিকতর উপকারের কি সম্ভাবনা নয়? কলক্তা প্রকাশিত প্রেরিত পত্রখানি আদ্যোপান্ত অভিনিবেশ সহকারে পাঠ করিলে স্পষ্ট প্রতীয়মান হইবে, পত্রপ্রেরক আমাদিগের প্রতিবাদ করিতে গিয়া প্রকারান্তরে আমাদিগের সপক্ষতা করিয়াছেন। আমরা যে যে আপত্তি করিয়াছিলাম তিনি সে সমুদায়েরই প্রায় স্বীকার করিয়া লইয়াছেন। অল্প ব্যয়ে অল্প কালে অধিক ফল লাভের সম্ভাবনা কি? পত্রপ্রেরক বুদ্ধিমান্ হইয়া কিরূপে তাহার অপলাপ করিবেন?

লার্ড এলগিন ও এতদ্দেশীয় রাজগণ।

প্রধান শাসনকর্ত্তা মধ্যে মধ্যে যদি এতদ্দেশীয় রাজগণ, সর্দ্দার ও জমীদারগণের সহিত সাক্ষাৎ করেন, অধিকতর উপকার লাভ হয়, একথা অনেকেই স্বীকার করিয়াছেন, আমরাও অস্বীকার করি না। প্রধান শাসনকর্ত্তার প্রদত্ত উৎসাহ প্রাপ্ত হইয়া সর্দ্দার ও রাজগণ প্রভৃতির প্রভুভক্তি যে বদ্ধমূল হয় তদ্বিষয়ে কেহই বিরুক্তি করিতে উৎসাহী নহেন। লার্ড কানিঙ এ প্রথা প্রবর্ত্তিত করিয়া অনেক সফলতা প্রাপ্ত হইয়াছিলেন। আহ্লাদের বিষয় এই, এক্ষণে যাবতীয় গবর্ণর ও লেপ্টেনণ্ট গবর্ণর ইহার অনুসরণ করিতেছেন। সে দিবস সর রবর্ট মণ্টগমরি পঞ্জাবের প্রায় ১৫০০ ছাত্রকে পুরস্কার দিবার সময় সর্দ্দারদিগকে স্ত্রী শিক্ষার নিমিত্ত যত্নবান হইতে বলেন; ইহাতে প্রাচীন যোদ্ধাগণ এককালে আনন্দে গদ্গদ হইয়া দণ্ডায়মান হইয়া মুক্তকণ্ঠে স্বীকার করিলেন এ বিষয়ে মনোযোগী হইবেন। অন্য প্রকারে এ অভীষ্ট সাধন সহজ নহে। সম্প্রতি লার্ড এলগিন উত্তর পশ্চিমাঞ্চলে স্থানে স্থানে দরবার করিতেছেন। তাঁহার সকলেরই দৃষ্টি নিপতিত রহিয়াছে এবং তাঁহার বাক্যে দেশের ভবিষ্যৎ শুভাশুভ অনুস্যূত রহিয়াছে। কাশী ও কানপুরে তিনি সর্দ্দারদিগের নিকটে যে বক্তৃতা করেন, তাহাতে সকলেই আহ্লাদ প্রকাশ করিয়াছেন। কিন্তু আমরা অতিশয় দুঃখিত হইয়া কহিতেছি, তাঁহার আগ্রার বক্তৃতা সে প্রকার হয় নাই। ঐ স্থানের দরবারে মহারাজ সিন্ধিয়া, ভূপালের রাণী, রামপুরের নবাব, ভরতপুরের রাজা প্রভৃতি উপস্থিত ছিলেন। রাজগণ সভাস্থ হওয়াতে তাঁহাদিগকে সম্ভাষণ করিয়া লার্ড এলগিন বলিলেন।

“আমার এ কথা বলা অনাবশ্যক যে সৌভাগ্য ক্রমে ভারতবর্ষে দিন দিন শান্তি বদ্ধমূল হইতেছে। গৃহশত্রুতা দূরীভূত হইয়াছে, এবং বহিঃশত্রুগণ ইংলণ্ডের সেনাগণের প্রভাব ও বলবীর্য্যের বহিমা অবগত হইয়াছে।” তৎপরে তাঁহাদিগকে স্বীয় স্বীয় রাজ্যে বিদ্যা ও সভ্যতা প্রবর্ত্তন এবং সহমরণ ও কন্যাহত্যা প্রভৃতির নিবারণ বিষয়ে উৎসাহ দান করিয়া শেষে গবর্ণর জেনরল অহঙ্কার পূর্ব্বক কর সঞ্চালন করিয়া বলিলেন “ভারতবর্ষের প্রধান অধীশ্বরীর প্রতিনিধি স্বরূপ এদেশে শান্তি রক্ষা করা আমার প্রধান কর্ত্তব্য কর্ম। ইহার জন্য ইংলণ্ডেশ্বরী আমার অধীনে এক বৃহৎ ও সাহসী সেনাদল রাখিয়াছেন অতএব যে ব্যক্তি অসমসাহস পূর্ব্বক সাধারণ শান্তিভঙ্গ কার্য্যে প্রবৃত্ত হইবে, তাহার দমন ও যাবতীয় বিশৃঙ্খলা নিবারণ বিষয়ে আমি অণুমাত্র বিলম্ব বা সঙ্কোচ করিব না। আবশ্যক হইলে এই সেনাদলকে আমি নিয়োজিত করিব।”

এ কথা কে না জানে ইংরাজদিগের বল আছে ইহা সকলেই অবগত আছেন। আশী হাজার সেনা ভারতবর্ষীয়দিগকে দমনে রাখিবার জন্য ভারতবর্ষীয় রাজস্ব হইতে বেতন পাইতেছে ইহাও কাহার অবিদিত নাই। বিদ্রোহ [illegible]
নীল প্রতিদ্বন্দ্বে কত [illegible]
দিয়াও আমাইরাছেন [illegible]
ভঙ্গ কারিদিগের পরিচয় [illegible]
সে কথা এখানে কেন? [illegible]
অপমান করিবার জন্য [illegible]
হইয়াছিল? তাঁহারা ভারতবর্ষীয়
দৈর দাস ইহা কি তাঁহাদিগকে
বারম্বার না বলিলে নয়? [illegible]
কি প্রভুভক্তির উদ্দীপনে [illegible]
এ দেশের রাজগণ অনেক সময়ে
কের দ্বারা অবমানিত হইয়াছেন
লার্ড এলগিন আসিয়া গ্রহণ
কে আলুক্ষণ জানিয়া এবং [illegible]
অনীতিজ্ঞ হইয়াও যে একাপ [illegible]
করিলেন ইহাই আশ্চর্য্য। শ্রীবৃদ্ধি
বলেন ভারতবর্ষীয় রাজগণকে
ন্যায় ব্যবহার করা উচিত। লার্ড
রাজগণের নিকট বিনয় ও সৌজন্য
প্রদর্শন করিয়াছেন বলিয়া শ্রীবৃদ্ধিকারী
এক জন রাগান্বিত হইয়াছেন।
স্পষ্টাভিধানে এ প্রকার [illegible]
বাদ করিতেছি। অতিশয় [illegible]
এই, ইংরাজেরা যাবতীয় গুণে [illegible]
রাও পরাজিত শত্রুর প্রতি ঔদার্য্য
করিতে জানেন না। সেপোলিয়
ন্যের মৃত বৃদ্ধ ভূপতি ইহার [illegible]
গল বংশের শেষ ব্যক্তিকে রেঙ্গুনে কোনে
নির্জ্জন কাষ্ঠ কুটীরে অন্ন বিনা প্রাণত্যাগ
করিতে হইয়াছে। শ্রী

—•—

সঙ্গে এ

এদেশীয়েরা কিঞ্চিৎকাল [illegible]
সঙ্কুচিত করিয়া রাখিবেন [illegible]
এই ভারতবর্ষ আমাদিগের [illegible]
নুধাবন করিয়া দেখিলে আমরা ঐ
ভূমির প্রকৃত অধিকারী। আমাদিগের
এ দেশের রাজকীয় কার্য্যে [illegible]
স্বাধীনতা থাকা উচিত। আমাদিগের
দিন শ্রীবৃদ্ধি সাধন করিয়া ইংরাজদিগকে

রো তুলা কর্ত্তব্য। কিন্তু কার্য্যে
পরীত ঘটনা দেখিতেছি। ভার
ভূমি ক্রমে ক্রমে শ্রীবৃদ্ধিকান্তি স
ত্ত হইতেছে। তাঁহারা রাজকীয়
মাদিগের স্বাধীনতা লাভের অ
য়াছেন। ভারতবর্ষের এ
মেরা শূন্যগর্ভ দেখিতেছি। এদে
দিন শ্রীবৃদ্ধি হইতেছে একথা
নহে। কিন্তু তাহা প্রকৃত ভারত
দের মঙ্গলে হইতেছে না। একপ
কারণ কি? কারণ অনেক আছে।
টির সার্ব্বকালিক উদার ব্যবহার
বর্ণমেণ্ট মুখে যাহা বলুন কাজে
দেশের সহায়তা করেন; আইন
ইলেও বিচারালয় পৃথক থাকাতে
কে কলোপধায়ী হইতেছে না। এত
ক আমাদিগের আলস্য, সৎক্রিয়া
দার ইংলিতাদি সমাজগত কয়েকটি মহৎ
খালা হে। যখন আমরা বোম্বাইয়ের
ই, ছাদগের প্রতি দৃষ্টিপাত করি, যখন
হোর তাঁহাদিগের দেশ ভ্রমণ, বাণিজ্য,
র্য্যবহার ও কার্য্যদক্ষতা দর্শন করি,
ছিক আমাদিগের কি হর্ষ ও বিষাদ উভ
রিণ দেখিতে হয় না? যখন স্বদেশীয় এক
কো বহুাংশে ধন, সৌভাগ্য ও সম্মানলাভ
রিয়া যাওন, তখন আমাদিগের আক্ষেপ
রাছে আমরা দেখিতেছি আর কোন
দিকে তাহাদিগের দৃষ্টান্তের অনুসরণ ক
কার এন না। এখন আমাদিগের বিষাদ
? যাম্মাশ্চর্য্য নহে।
করিয়াছেন্না পূর্ব্বে ম... কেন্ডেলিয়নের দৃ
র নির্দ্দেশ করিয়া বলিয়াছিলেন, এ দ
ন, তাহা উপযুক্ত ও যথার্থ হইয়াছিতে
কিতে।। হইলে এক ব্যক্তি ... এক
হার শিক্ষুক পূর্ব শ্রীবৃদ্ধি হইতে পারে
বধান তেরে মত হউক না হউক বাণি
ন্তার কতিপয় অতি অল্প কালের মধ্যে
মরা ভার বর্দ্ধিত হইতে পারে। গবর্ণমেণ্ট
লেজে তাকে সকল বিষয়েই সহায়তা করুন।

একথা বলিতে আমরা ইচ্ছা করি না; আমা
দিগের সমাজের এরূপ অবস্থা তাহাতে স
কলস্থানে উৎসাহ দান ও কোন কোন
স্থলে সহায়তা করা অতিশয় আবশ্যক।
এই জন্যই আমরা বারম্বার এদেশে তুলা
প্রভৃতির কল করিবার বিষয়ে উৎসাহদানের
কথা কহিয়া আসিতেছি। মাঞ্চেষ্টরের সহা
য়তার জন্য গবর্ণমেণ্ট যেমন রাস্তা প্রস্তুত ক
রণ, উৎকৃষ্ট তুলোৎপাদনকারীর পুরস্কার
দান এবং কোন কোন স্থলে স্বয়ং কৃষিকার্য্যে
র ভার গ্রহণ করিয়াছেন, সেই প্রকার আম
রাও প্রত্যাশা করিতেছি, আমাদিগের বা
ণিজ্যাদি বৃদ্ধির জন্য তাঁহারা এরূপ সাহায্য
দান করুন। গবর্ণমেণ্টের নিকটে মূলধন
প্রার্থনার ত কথাই নাই, তাঁহারা রেলওয়ে
কোম্পানিদিগের ন্যায় আমাদিগেরও অংশের
প্রতিভূ হউন, আমরা একথাও বলিতে চাহি
না। আমরা কেবল একমাত্র উৎসাহদান
প্রার্থনা করিতেছি। যত দিন সে উৎসাহ
দান না হইতেছে, তত দিন আমাদিগের
বাণিজ্যাদির সবিশেষ শ্রীবৃদ্ধির আশা কর
বৃথা। গবর্ণমেণ্ট পুরস্কার প্রদান প্রভৃতি
দ্বারা এতদ্বিষয়ে উৎসাহদান করিতে পা
রেন সন্দেহ নাই। গবর্ণমেণ্ট যদি কেবল
এক বাণিজ্য বিষয়ে যথোচিত উৎসাহদান
করেন, স্বল্পকাল মধ্যে এদেশের আশাধি
ক শ্রীবৃদ্ধি দর্শন করিতে পারেন সন্দেহ
নাই। বাণিজ্যই যে দেশের মঙ্গলের প্রধা
ন কারণ, তাহা সকলেই স্বীকার করেন।
যে জাতি বাণিজ্যে রত তাঁহাদিগের অর্থ
বল ও ক্ষমতা অসীম বলিলে হয়। ফরাসী
বিপ্লব ঘটিত যুদ্ধ কালে এক ইংলণ্ড ইউরো
পের সমুদায় গবর্ণমেণ্টকে অর্থ দ্বারা সাহা
য্য করিয়াছিলেন। এক্ষণে আমেরিকায় প্র
তি বৎসর ইংলণ্ডের ১৬০ কোটি টাকা ব্যয়
হইতেছে। বাণিজ্য হীন কোন জাতির ঈদৃশ
অর্থবল ও ক্ষমতা আছে? সাহস ও সদনু
ষ্ঠান বাণিজ্যের অনুচর। আমাদিগের
জাতিভেদ যদ্রূপ এবং ... সমাজ গত কোন

দেখিয়া অনেকে জিজ্ঞাসা করিতে পারে
ন এরূপ অবস্থায় আমাদিগের ...
দেশে বাণিজ্য করা সম্ভব কি না? ইহা
উত্তর এই, স্বার্থের নিকটে উপধর্ম পরা
হয়। লোকে কি এক্ষণে ইংলণ্ডে বা
উর ও সিবিলিয়ান হইতে গমন করিতে
ছেন না? গবর্ণমেণ্ট যদি যথার্থ ভারতবর্ষে
র মঙ্গল চাহেন, এতদ্দেশীয়দিগকে ব
ণিজ্যে রত করিতে চেষ্টা করুন। রুশীয়
ধিপতি পিটর নিজ ব্যয় ও নিজ দৃষ্টান্ত
দ্বারা প্রজাদিগকে শিল্প ও বাণিজ্য শি
খাইয়াছেন। এতদ্দেশীয়েরা নিশ্চয় জানিবে
ন, তাঁহারা যাবৎ এই ব্যবসায় অবলম্বন না
রিবেন, তাবৎ যথার্থ সৌভাগ্যশালী ও
মতাবান হইতে পারিবেন না। আমাদিগে
র এক্ষণে বাণিজ্য নাই বলিলেই চলে।
ভারতবর্ষের বাহিরে কোন স্থানে হিন্দু
মুসলমানদিগের ব্যবসায় আছে? উপস
হার স্থলে আমাদিগের বক্তব্য এই, আ
মরা গবর্ণমেণ্টকে সাহায্য দানে অনুরো
করিলাম বটে, কিন্তু এতদ্দেশীয়েরা উদ্যো
গী না হইলে কখন সেই সাহায্য লাভে
সমর্থ হইবেন না। আমরা পুনরায় জিজ্ঞা
সা করিতেছি, ইহাঁরা আর কত দিন ক
পদ কি সঙ্কুচিত করিয়া রাখিবেন?

অনুচিত অনুষ্ঠানকারী ...
দিগের পক্ষ গ্রহণ।

১লা মার্চের ইণ্ডিয়ান মিরর পুনরা
বদ্ধপরিকর হইয়া সমরভূমিতে অবতী
হইয়াছেন। এবারে তিনি একাকী নহেন
এক জন পত্রপ্রেরক পশ্চাতে থাকিয়া তাঁ
হাকে অভয়দান করিতেছেন। আমরা ক্র
সেই যোদ্ধার ক্রোধোদ্দীপন দেখিতে পা
ইতেছি। একপ হওয়া অনৈসর্গিক নহে
স্বভাবের বিরুদ্ধ আচরণ করিতে গেলে
চিত্ত সর্ব্ব কাল প্রফুল্লিত থাকে না।
অনুচিত অনুষ্ঠানকারী ব্রাহ্ম ও তাঁহাদি
গের সহায়ভূত ইণ্ডিয়ান মিররের হৃদ্‌ভি

[illegible] দেখিয়া [illegible] যোগ হইতেছে, এবিষয়ে [illegible] করিয়া আমরা [illegible] করি [illegible] তাঁহাদিগের [illegible] করিয়া [illegible] ইষ্ট সাধন চেষ্টা করিতে গিয়াছিলা- কিন্তু ক্রমে দেখিতেছি ইষ্ট না হইয়া [illegible] অনিষ্টই ঘটিয়া উঠিল। যত এ বিষয়ের আ[illegible] লোচন করা যাইতেছে, ততই তাঁহাদিগে[illegible] হৃদয়ে ভ্রম দৃঢ়তর রূপে বদ্ধমূল হই- [illegible]ছে। তাঁহাদিগের শুনা আছে, “যে [illegible] বয়ে অধিকতর আপত্তি উপস্থিত হয়, [illegible] পরিণামে তাহারই উন্নতি হইয়া থাকে।” [illegible] উপস্থিত বিষয় এই বাক্যের উদা[illegible] হরণ স্থল নহে, তাহা তাঁহারা যথোচিত [illegible] রূপে বুঝিতে পারিতেছেন না। সে যে [illegible] বিশুদ্ধ ধর্ম, যুক্তি ও ধর্মনীতির অ[illegible] নুমোদিত, তাহাই ঐ বাক্যের উদাহরণ। [illegible] ব্রাহ্মেরা যে অনুষ্ঠান প্রসঙ্গ লইয়া বিবাদে প্রবৃত্ত হইয়াছেন, তাহাতে কি বিশুদ্ধ ধর্ম, নীতির অনুমোদন পক্ষ আছে? যাহা হ[illegible]উক, আমাদিগের এখন এক এক বার [illegible] বোধ হইতেছে, আমরা এবিষয়ে হস্তক্ষেপ না করিলে ব্রাহ্মদিগের রণানুরাগ হ্রাস হ[illegible]ইত, হয় ত তাঁহারা ক্রমে আপনাদিগের [illegible] ভ্রম আপনারা দেখিতে পাইতেন। কিন্তু [illegible] আমাদিগের সঙ্কট উপস্থিত হইয়াছে, আমাদিগের কর্তব্য কর্মও আমাদিগকে [illegible] উদাসীন থাকিতে দিতেছে না।

আমরা [illegible] অভিনিবেশ সহকারে [illegible] মার্চের ইণ্ডিয়ান মিরর পাঠ করিলাম [illegible] স্পষ্ট বোধ হইল, মিরর সম্পাদক কেবল [illegible] আমাদিগের অভিপ্রায় বোধে অসমর্থ [illegible] তিনি বুঝিতে পারিলে [illegible] রূপ [illegible] করিয়াছেন একটা [illegible] না) হইয়াছেন এরূপ নহে, [illegible] ধর্মের উপাসক বলিয়া অভিমান না [illegible] থাকেন, সে ধর্মের মর্ম বুঝিতে পা[illegible] রেন নাই। আমরা পূর্বে এই ভাবে লিখি[illegible] য়াছিলাম, [illegible] আমিরে [illegible] হইয়া থাকে, [illegible] যদি কেহ

পঞ্চকে পাঁচ জন বন্ধু বান্ধব লইয়া আ[illegible] মোদ প্রমোদ করিতে চাহেন, করুন, তা[illegible] হাকে কে নিষেধ করিতেছে; ঈশ্বরের নি[illegible] কটে কৃতজ্ঞতা প্রকাশ করিতেই বা কে বাধা দিতেছে; কিন্তু তন্নিমিত্ত [illegible] নাম দিয়া মহা আড়ম্বর করিয়া নিরর্থক একটা অনুষ্ঠান কেন? উহা ধর্ম বুদ্ধিতে অনুষ্ঠিত হইলেই পরিণামে উপধর্মে পরিণত হই[illegible]বে সন্দেহ নাই; যেখানে দেখিবে ধর্ম, আমোদ ও অনুষ্ঠানে একত্র মিলিত, সেই স্থানেই উপধর্মের প্রবলাধিপত্য। ইণ্ডিয়ান মিরর আমাদিগের এই বক্তব্য পরিস্ফুট রূপে পাঠকগণের গোচর করেন নাই, না করুন, তাহাতে আমরা ক্ষতি বৃদ্ধি জ্ঞান করি না, সোমপ্রকাশ পাঠকগণ আমাদি[illegible]গের অভিপ্রায় বুঝিয়াছেন সন্দেহ নাই। আমাদিগের এই অধিকতর ক্ষোভের হই[illegible]তেছে যে সম্পাদক [illegible] ভাবে লিখিয়া [illegible] আমোদ প্রমোদ ([illegible] সন্দেহ কি) “ধর্মের অংশ।” অপর, “আত্মার যত উন্নত অবস্থা হয়, ততই আমোদ প্র[illegible]মোদ ও ধর্ম এ উভয়ের যোগ হয়।” [illegible] তাই কি উন্নত বিশুদ্ধ ব্রাহ্ম ধর্মের অনুমো[illegible]দিত মত, ধর্ম ও আমোদ প্রমোদ উভয়[illegible]কে একত্র মিশ্রিত করিয়া সম্পাদক কি এক বিকৃত পদার্থ প্রস্তুত করিতে চাহি[illegible]তেছেন। সম্পাদকের এরূপ অদ্ভুত সং[illegible]স্কার কোথা হইতে হইল, বোধ হয়, তিনি শুনিয়াছেন, “আমোদ প্রমোদ ধর্ম সম্বন্ধ হওয়া উচিত।” বোধ হয় এতন্মূল হইতেই তাঁহার ঐ সংস্কার জন্মিয়াছে। যাহা হউক, ধর্ম সম্বন্ধ শব্দের অর্থ স্বতন্ত্র। [illegible] যোগের ন্যায় এখানে ধর্ম ও [illegible] উভয়ের মিশ্রণতার অর্থ [illegible]। উন্নত ধর্মের অভিপ্রেত উন্নত অর্থ এই, যেমন আমাদিগের উৎকৃষ্ট ও নিকৃষ্ট প্রবৃত্তি সকল [illegible] ও চিত্তা [illegible] বিবেচনা দ্বারা শাসিত ও চালিত হই[illegible]য়া থাকে, সেইরূপ আমাদিগের নৈসর্গিক

আমোদ প্রমোদ [illegible] বুদ্ধির দ্বারা নিয়ন্ত্রিত [illegible] লে আর্য আমোদ প্রমোদের [illegible] তা শক্তি থাকে না। [illegible] সম্বন্ধ শব্দের এই অর্থ [illegible] বোধ করিতেছেন না? [illegible] আর আমোদ প্রমোদ

[illegible]

চেষ্টা করিতেছেন [illegible]

ইণ্ডিয়ান মিরর আমাদিগের [illegible] নয়ন [illegible] যে উত্তর [illegible] য়াছেন, তদ্বিষয়ে [illegible] বক্তব্য [illegible] সম্পাদক যজ্ঞোপবীতের [illegible] হইয়াছেন, কিন্তু আচার্যের [illegible] শিক্ষার্থ [illegible] বয়সে ব্রাহ্মেরা শিক্ষার্থী হইয়া [illegible]র নিকটে যাইবেন এবং [illegible] ব্রহ্মচর্য করিবেন [illegible] সম্পাদক [illegible]র ব্যবস্থা করিয়া দিলেই আমরা [illegible] হই। সম্পাদক এস্থলে কিঞ্চিৎ [illegible] কোপ প্রকাশ করিয়াছেন। [illegible] রিতে পারেন, আমাদিগের [illegible] তিনি বলেন, ব্রাহ্মধর্মের [illegible] স্পষ্টাক্ষরে যজ্ঞোপবীত ধারণের [illegible] আছে, আমরা না দেখিয়া [illegible] বিষয়ের উল্লেখ করিয়াছিলাম। [illegible] অতি যথার্থ, তবে আমরা [illegible] মাদিগের দোষ ক্ষালনার্থ একটী [illegible] উল্লেখ করিতে পারি, [illegible] মিত হইল, ব্রাহ্মসমাজ হইয়াছে, আমরা ব্রাহ্মদিগের অদ্ভুত নূতন [illegible]নুষ্ঠান দেখি নাই, তাহাতেই আম[illegible] করিয়াছিলাম, ব্রাহ্মদিগের পূর্ব পু[illegible]রুষের সহিত কোন সম্পর্ক নাই, [illegible] কদাই [illegible] করিয়াছেন, [illegible] তাঁহারা [illegible] সহিত [illegible] মাদিগের [illegible] যজ্ঞে [illegible] ধারণ করেন। এই বোধ করিয়া [illegible] ব্রাহ্মদিগের পূর্ব পূর্ব গ্রন্থ দর্শনীয়ার উল্লেখ [illegible] করিয়াছিলাম। [illegible]

সেনাপ[illegible]তাঁহারা যে অনুচিত অনুষ্ঠান প্রব[illegible]ক করিতেছেন, তাহা যদি সর্ব্বত্র আনুষ[illegible]পে [illegible]কার ন্যায় ভারতবর্ষের অর্থ [illegible] দিতে হইবে বলিয়া আমরা যে আ[illegible] [illegible]রিয়াছিলাম, ইণ্ডিয়ান মিরর তাহাও [illegible] করিতে পারেন নাই। [illegible]লেন ভারতবর্ষাদিতে এক পয়সা সম্ভাবনা নাই; সত্য, আমরা বর্ত্ত[illegible]দিগের বিষয়ে সে শঙ্কা করি [illegible] তাঁহারা ত ভারতবর্ষাদি কিছু নয় [illegible] লোক মোহনার্থ উক্ত অনুষ্ঠান [illegible]প্রবর্ত্তিত করিতেছেন। অতএব [illegible] কেন বৃথা ব্যয় করিবেন? আমরা [illegible] ব্রাহ্মদিগের বিষয়েই সে শঙ্কা [illegible]লাম; তাঁহারা অনুচিত অনুষ্ঠান [illegible]দিগের অভিপ্রায় বুঝিতে না [illegible]দের অবশ্যকর্ত্তব্য বোধে সমারোহে [illegible] অনুষ্ঠান করিবেন, সুতরাং বৃথা [illegible] আশঙ্কা হইয়া যাইবে।

[illegible] ন্যায় মিরর এক স্থানে লিখিয়াছে [illegible] বিশেষ বশতঃ ব্রাহ্মদিগকে [illegible]তেছি। যাঁহারা অনুন্নত ও অপক[illegible] অনুষ্ঠানের সপক্ষতা করিতে প্রবৃত্তি [illegible], তাঁহারা এরূপ অনুন্নত সংস্কার [illegible] আশ্চর্য্যের বিষয় নহে। এ [illegible] আমরা তূষ্ণীম্ভাব অবলম্বনকেই [illegible] বিবেচনা করিলাম।

[illegible] মিররের একটী পরম কৌ[illegible] বাক্যের উল্লেখ না করিয়া এ প্র[illegible] উপসংহার করা বিধেয় হইতেছে [illegible] বলেন আমরা প্রাচীন আচার [illegible] সপক্ষ, অতএব তৎসংস্কার [illegible] আমাদিগের কান কথা [illegible], উচিত নহে। এই কথাটী দেখিয়া [illegible] একটী গল্প স্মরণ হইল। [illegible] এক উৎসব দিবসে এক জন আধ[illegible] পথ দিয়া যাইতেছিল, পথের দুই [illegible] উৎসব দর্শনার্থ যে সকল লোক [illegible] হইয়াছিল, সে তাহাদিগকে ঠেলি[illegible]য়া ফেলিয়া দিতে লাগিল, তাহা দেখিয়া এক জন সেই পাগলকে বলিল, কেমন হে তুমি ত বড় খারাব লোক, সকলকে এমন করিয়া ফেলিয়া দিতেছ কেন? তাহাতে পাগল উত্তর করিল, উহারা পাগল, আমার কথা শুনে না, তাই আমি ফেলিয়া দিতেছি। আমাদিগেরও সেই রূপ ঘটনা হইয়াছে। যাঁহারা প্রকারান্তরে অনর্থকর অনুষ্ঠান রক্ষা করিতেছেন, তাঁহারা সমাজ সংস্কারক ও উদারভাবাপন্ন হইলেন। আর আমরা তৎপরিত্যাগ করিয়া উন্নত ধর্ম্মের অনুমোদিত উন্নত ক্রিয়ানুষ্ঠান প্রবর্ত্তন চেষ্টা পাইতেছি, আমরা অনুদার হইলাম!

আর এক স্থলে ইণ্ডিয়ান মিরর কিঞ্চিৎ উপহাস রসিকতা প্রকাশ করিয়াছেন, তিনি বলেন, "আমরা (সোমপ্রকাশ সম্পাদক) বার বার পরাস্ত হইতেছি, তথাপি আবার ভীরু স্বভাব বাঙ্গালি বালকের ন্যায় কহিতেছি, কৈ পরাজয় কর দেখি।" ইহার আর কি উত্তর দিব? যাহারা ঘেঁটু ও মাকাল পূজা করে, তাহাদিগের নিকটে কি আমরা পরাস্ত নই? তথাপি তাহাদিগকে কি আমরা পুনঃ পুনঃ তৎপরিত্যাগ করাইবার চেষ্টা পাইতেছি না? সম্পাদক কি আমাদিগকে মকদ্দমের ন্যায় তরবারি ধারণ করিতে কহেন? আমাদিগের সদুপদেশই এক মাত্র অস্ত্রশস্ত্র ও সম্বল।

এস্থলে মিরর সম্পাদকের নিকটে কয়েকটী প্রশ্ন করা আবশ্যক বোধ হইল। যে অনুষ্ঠান দ্বারা জগতের অপকার ভিন্ন উপকার সম্ভাবনা নাই, তাহা বিশুদ্ধ ব্রাহ্ম ধর্ম্মের অনুমোদিত হইতে পারে কি না? কতিপয় ব্রাহ্ম জাত কর্ম্মাদির যে অনুষ্ঠান আরম্ভ করিয়াছেন, তদ্দ্বারা জগতের কোন উপকার লাভের সম্ভাবনা আছে কি না? যে সমস্ত অনুষ্ঠানকে তাঁহারই এক জন পত্রপ্রেরক ঐচ্ছিক বলিয়া নির্দ্দেশ করিয়াছেন, তদাচরণের আবশ্যকতা কি? উ[illegible]বিত অনুষ্ঠান করিয়া ব্রাহ্মেরা কি কে[illegible] উপধর্ম্মের দিক্‌কে স্বদলে আনিতে পা[illegible]রিয়াছেন?

বঙ্গদেশীয়দিগের সবলকায় হইবার উপায়।

গত বারে যেরূপ প্রদর্শিত হইয়াছে, তদ্[illegible]রা স্পষ্ট সপ্রমাণ হইতেছে, মনুষ্য যে দেশে বাস করে, সেই দেশের জল, বায়ু ও মৃত্তিকাদির গুণ দোষ হেতু সবল অথবা দুর্ব্বল হয়[illegible] (১) বঙ্গদেশের এই সকল বিষয়ে যথেষ্ট [illegible] দোষ আছে, অতএব (২) বঙ্গদেশবাসিদিগের কি সবলকায় হইবার উপায় নাই? [illegible] প্রশ্নের উত্তর এই হইতে পারে যে বঙ্গদেশের জল বায়ু মৃত্তিকাদির নিস্তেজস্কর গুণ [illegible]নষ্ট হইয়া যাহাতে বীর্য্য রক্ষিকর গুণ উৎপ[illegible] হয় এরূপ উপায় অবলম্বন করা বাঙ্গালিদি[illegible]

(১) পশ্বাদিও এই নিয়মাধীন রহিয়াছে। বঙ্গদেশীয় গাভি, ঘোটকাদি অপেক্ষা উত্তর পশ্চিম প্রদেশীয় গাভি, ঘোটকাদি যে অধিকবল ও দীর্ঘকায় হয় ইহা কে না জানে?

(২) বঙ্গদেশের জল বায়ু মৃত্তিকাদি যে নিস্তেজস্কর, তাহা কাহার অবিদিত নাই। তজ্জন্য তাহা প্রমাণ করা অনাবশ্যক, কিন্তু এ স্থলে আমরা দুটী বিষয়ের উল্লেখ না করিয়া ক্ষান্ত থাকিতে পারিলাম না। মার্টিন সাহেব বলেন যে মোগলদিগের রাজত্বকালে কেন কর্ম্মচারী সম্রাটদিগের কোপে পতিত হইলে তাহাকে দণ্ড দিবার জন্য বঙ্গদেশে বাস করিবার অনুমতি হইত!! মোগল সম্রাটেরা বঙ্গদেশকে অতি ভয়ানক স্থান মনে করিতেন। তাঁহাদিগের মতে বঙ্গদেশ নরক, কারাগার, প্রেতনিবাস, পীড়ার উৎপত্তি স্থান এবং যমালয় বলিয়া উক্ত হইত[illegible] রণ্যাল্ড টীবর্স সাহেব কহেন যে বঙ্গদেশকে সুস্থকর করিবার চেষ্টা না করিলে তাহা ভয়ানক নরক স্বরূপ হইয়া উঠিবে ও পৃথিবীর সমস্ত স্থানকে আপন সংক্রামক রোগে ব্যাপ্ত করিবেক।

…ার উচিত। ডাক্তর এফ, পি, হুঁ।কের (৩) …প্রকৃতির মতানুসারে কার্য্য করিতে পারিলে …ন্নদেশের জল বায়ুর দোষ অনেক পরিমাণে …নিরাকৃত হইতে পারে বটে কিন্তু বীর্য্য বৃদ্ধি- …র গুণের উৎপত্তি হওয়া সহজ নয়। বিশে …তঃ সূর্য্যতাপ ও মৃত্তিকা ঘটিত দোষ দূরীভূ …ত করিবার উপায় এখন পর্য্যন্ত আবিষ্কৃত …র নাই। এই সকল চিন্তা করিয়া কি আমরা …তাশ হইয়া নিশ্চেষ্ট ও নিশ্চিন্ত হইয়া থাকি- …? জগদীশ্বর কি আমাদিগের বলবীর্য্যাদি …দ্ধির কোন উপায় করিয়া দেন নাই? তিনি …ক আমাদিগের প্রতি এত নিদারুণ হইয়াছে- …? যাঁহার অজস্র করুণাবারি আমাদিগের …প্রতি অনবরত পতিত হইতেছে, যিনি আ …মাদিগকে পিতা, মাতা অপেক্ষা অধিক স্নে …হের সহিত লালন পালন করিতেছেন, যাঁহার …অনুকম্পায় মনুষ্যের জন্ম, মৃত্যু প্রভৃতি সমান …ানের মধ্যে প্রায় (৪) সমসংখ্যকরূপে সংঘ …টিত হইতেছে, তিনি কি আমাদিগের বলবী …র্য্যাদি বৃদ্ধির কোন উপায় সংঘটন করিয়া …রাখেন নাই?

মানুষ স্বভাব ও অভ্যাস এই উভয়ের …বশবর্ত্তী হইয়া যাবতীয় কার্য্যের অনুষ্ঠান ক- …রিয়া থাকে। স্বভাবের শক্তি অত্যন্ত বলবতী, …অভ্যাসের শক্তিও বড় ন্যূন নহে। অভ্যা- …সের বলে মেষ, বৃষ, ও অশ্ব স্বভাবতঃ নিরা …মিষ (৫) ভোজী হইয়াও মাংস ভক্ষণ ক …রিয়া সুস্থ শরীরে থাকিতে পারে, অভ্যাসের …বলে সর্ব্বদা পীড়াকর পদার্থের আঘ্রাণ লই …য়াও মেথর প্রভৃতি হৃষ্টকায় হৃষ্ট হয় অভ্যা- …সের বলেই এতদ্দেশীয় যোগিরা কঠোর যোগ (৬) সাধনে সমর্থ হইতেন, অভ্যাসের বলে পারস্য, চীন, কালিফর্নিয়া প্রভৃতি দেশীয় লোকেরা (৭) গভীর সমুদ্রের ৪।৫ হস্ত নিম্নে অর্দ্ধ ঘণ্টাকাল নিমগ্ন থাকিয়া মণি, মুক্তাদি সংগ্রহ করিতেছে, অভ্যাসের বলেই এক মনুষ্য শিশু শার্দ্দূল প্রকৃতি (৮) প্রাপ্ত করিয়াছিল। অভ্যাসের এতাদৃশ পরাক্রম যখন নয়ন গোচর হইতেছে, তখন তাহার শরণ লইলে যে আমরা কৃতকার্য্য হইতে পারিব না, ইহা কিরূপে সম্ভাবিত হইতে পারে? এস্থলে কেবল ব্যায়ামাদির অভ্যাস প্রসঙ্গ করা আমাদিগের উদ্দেশ্য নয় পুষ্টিকর আহারাদির অভ্যাস প্রস্তাবই প্রধান রূপে অভিপ্রেত।

নিরামিষ ভোজন অপেক্ষা সামিষ ভোজন যে অধিকতর পুষ্টিকর তাহা প্রায় সমুদায় দেশের সমুদায় শারীরবিধানবিৎ পণ্ডিত স্বীকার করিয়াছেন কিন্তু মনুষ্য স্বভাবতঃ নিরামিষ ভোজী অথবা নিরামিষ ও আমিষ উভয় ভোজী এতদ্বিষয় লইয়া বহুতর মতভেদ দৃষ্ট হয়। নিরামিষ ভোজন সম্পর্ক পণ্ডিতগণ … একটী মত (৯) … সে মতটী এই :—

"মনুষ্যের দেশের … জলবায়ু সম্পাদিত, … যোগযোগী বলোৎপাদক … হইয়া থাকে … গোধূম, তণ্ডুলাদি শস্য … প্রকার ফল মূল অপর্য্যাপ্ত … মাংস অপেক্ষা শস্য ও … মুদ্গাদি … ভারতবর্ষীয়দিগের শরীর সুস্থ ও সবল এবং চিরবর্দ্ধিত বীর্য্যে আহার … হয়। ** ইংরেজদিগের দেশ … অপেক্ষা শীতল, তথায় শস্য … মহিলাদি শস্যই অধিক … এই … সই তাহাদের প্রধান খাদ্য। … দেশ তদপেক্ষা উষ্ণতর, … জলে, তেমন পক্ক হয় না। সেই … কার লোকে ইংরেজ ও … অল্প মাংস আহার করিয়েই … কায় থাকে : এক জন … লেন, ইংরেজেরা যত মাংস … ফরাসিরা তাহার ষষ্ঠ অংশ … উত্তর মহাসাগরের তীরবর্ত্তী … প্রদেশ অথবা এ মহাসাগরের … ধান্যাদি শস্য উৎপন্ন হয় না। … কেরা কেবল মাংস ভক্ষণ … করে। তথায় যেমন ফল মূলাদি … সেইরূপ শীতের প্রভাবে লোকের রুচিও হয় না। অপেক্ষাকৃত … সকল ব্যক্তি তথায় গমন করিয়া…

---

(৩) ডাক্তর হুঁকের কৃত কালকাতা টপো…গ্রাফি নামক পুস্তক দেখিবেন এবং ডাক্তর …ম্যান চীবর্স এতদ্দেশস্থ সাধারণ জনগণের …শারীরিক স্বস্থতা বিষয়ক যে প্রস্তাব বেথুন …সোসাইটিতে পাঠ করেন তাহা দেখিবেন।

(৪) পকেট আস লাইফ ইনসুরান্স না.ম …গ্রন্থ পাঠ করিবেন।

[৫] বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির …সম্বন্ধ বিচারের প্রথম ভাগ ২২৮ ও ২৯ এর …পৃষ্ঠা দেখিবেন।

(৬) যোগীরা যে কেবল অভ্যাসের বলে অদ্ভুত রূপে যোগ সাধনে সমর্থ হইতেন, পশ্চালিখিত গ্রন্থ পাঠে প্রতীয়মান হইবে। "এ, ট্রিটিস অন দি যোগ ফিলসফি এন, সি পাল এম আসিষ্টান্ট সরজন"।

(৭) ডিন ফিলসফি অফ রিলিজন, পাত ১০৪।　　২২৭

(৮) অনেক দিবস হইল আমরা এক সংবাদ পত্রে পাঠ করিয়াছিলাম যে এক ব্যাঘ্রী কোন প্রকারে এক মনুষ্য শিশু সন্তান প্রাপ্ত হইয়াছিল। আপন শাবকদিগের সহিত তাহাকে লালন পালন করে। ব্যাঘ্রীর দুগ্ধ পান করিয়া ব্যাঘ্রীর শাবকদিগের সহিত মাংসাদি ভক্ষণ করিয়া সে বালক ব্যাঘ্রের স্বভাব প্রকৃতি প্রাপ্ত হইয়াছিল। ব্যাঘ্রের ন্যায় হস্ত পদ ভূমিতে নিক্ষেপ করিয়া দ্রুতবেগে চলিতে পারিত, ব্যাঘ্রের ন্যায় বাক্শক্তিহীন মনুষ্যদিগের আক্রমণে তৎপর ও লোমাবৃত হইয়াছিল, কিন্তু লাঙ্গুল বিশিষ্ট হয় নাই। (:) শীকারিরা এই শার্দ্দূল প্রকৃতি প্রাপ্ত মনুষ্যবালককে ধৃত করিয়া মনুষ্যালয়ে আনিয়াছিল।

(৯) এই মতটীর উল্লেখ করিবার তাৎপর্য্য এই যে আমরা পূর্ব্বে যেমন বলি মনুষ্য যে দেশে বাস করে সেই দেশের বায়ু মৃত্তিকাদির দোষ ও গুণানুসারে সবল বা দুর্ব্বলকায় হয়, সেইরূপ এতদ্দ্বারা প্রাপ্ত হইবে যে মনুষ্য যে দেশে বাস করে সেই দেশের জলবায়ুর উৎপন্ন দ্রব্যাদি পরিমিত আহার করিয়া সুস্থ ও বলিষ্ঠ হয়। এতদনুসারে আহার করা মনুষ্যের পক্ষে উচিত … তদ্বিষয়েও আমাদিগের বক্তব্য … করিতে হইবে।

প্রাণিজপক্ষ্য বল মূল ও শস্য প্রভৃতি ... কেবল মাংস আহার অবলম্বন ... গাছিল। ঐ সকল দ্বিপ প্রধান প্র- ... কালে অপর্য্যাপ্ত পশু, পক্ষী ও ... হওয়া যায়। তাহাতেই লোকের ... আহারের সংস্থান হয়। তাহারা ... জন্ম দেহ ও বাহু খুব করিয়া ... শীতস্থানে তাহা অত্যুপাদের ... ভোজন করে (১০)। ৭ এই মত ... বায় অভিজ্ঞতার বিরোধি ভোজন নাই, ... যে সকল দেশে শস্যাদি ... কৃষি শক্তি সম্পন্ন বুদ্ধিমান সকল ... সে স্থানে অবস্থিতি করাই বা ... ভবিষ্যতে বিজ্ঞান ... প্রাদুর্ভাব হইয়া সে সকল ... যথায় ভোজী ব্যক্তিদিগের বাস ... অসম্ভাবিত নহে। এক্ষণেও ... নামক অতিশয় শীতল দেশের ... প্রবেশ হয়, রাই ওট এই ... এবং গোলআলু যথেষ্ট উৎপন্ন ... তথায় এক প্রকার হরিণ জন্মে, ... পান করা যায় (১১)। ৭ ... উত্তর পক্ষের মত উদ্ধৃত ... রাখিবারে আপনাদিগের বক্তব্য ... হইবে।

...তন পুস্তক ও পত্রিকা।

...লিকাতা সংস্কৃতকালেজের প্রিন্সি ... কাউয়েল সাহেবের কৃত চার্ব্বাক ... ব্যাখ্যা অনুবাদ। ইহা মাধবাচার্য্যের ... দর্শন সংগ্রহ হইতে সংকলিত ... যে সময়ে দেবগণ দময়ন্তীর স্বয়ম্বর ... স্থিতি-নিবৃত্ত হন, তৎকালে কলির অনু- ... চিত দেবতাদিগের সাক্ষাৎ হয়, ... তাবলম্বী ভাবে ছিলেন তাঁহার ... বক্তাদিগের কথোপকথন হয়। ... উত্তর দৈবযোগে চার্ব্বাক মত ভূমি ... কুসন কনষ্টিটিউশন অফ ম্যান না ... তাঁহার এই মত। ... বাধানন্তর সহিত মানব প্রকৃতির ... জন্য বিচার। প্রথম ভাগ ২৩৩ ... পাড়।

থাকেন। কাউয়েল সাহেব স্বকৃত প্রস্তাবের শেষভাগে তাহাও উদ্ধৃত করিয়াছেন।

চার্ব্বাকেরা পৃথিবী, জল, অগ্নি ও বায়ু এই চারি ভূত স্বীকার করে। তাহারা বলে এই চারি ভূতের যোগে দেহ সৃষ্টি ও সেই দেহের চৈতন্য শক্তি উৎপন্ন হয়। তাহাদিগের মতে দেহাতিরিক্ত আত্মা ও লোকান্তর নাই, এবং যাগযজ্ঞাদি জীবিকার্থ সৃষ্ট হইয়াছে।

বৃহস্পতি দৈত্যদিগের মোহনার্থ এই মতের সৃষ্টি করেন বলিয়া নির্দ্দেশিত হইয়াছে "চার্ব্বাক" এটী সাধারণ সংজ্ঞা। এতন্মতাবলম্বী যাবতীয় ব্যক্তিকেই চার্ব্বাক বলা যায় এতৎ সম্প্রদায় প্রবর্ত্তয়িতা চার্ব্বাক নামে এক ব্যক্তি ছিলেন তাহার নাম হইতেই সাধারণ নাম হইয়াছে।

২। রহস্য সন্দর্ভ। ইহা একখানি মাসিক পত্রিকা। কলিকাতা স্কুলবুক সোসাইটী ও ভার্নাকিউলার লিটরেচর সোসাইটির আদেশানুসারে ইহা প্রচারিত হইতে আরম্ভ হইয়াছে। বিবিধার্থ সংগ্রহ ক্ষতি পূরণ করাই পত্রিকা প্রচারকদিগের উদ্দেশ্য।

প্রথম সংখ্যাটী আমাদিগের হস্তগত হইয়াছে। এখন ইহার গুণদোষ বিচার করিবার আমাদিগের ইচ্ছা নাই। আমাদিগের মতে একখণ্ড দেখিয়াই গুণ দোষ পরীক্ষা সাহস স্বীকার বিধেয় নয়। তবে আপাততঃ আমরা ইহার প্রশংসাস্থলে এই মাত্র বলিতে পারি, লেখকেরা যদি অধ্যবসায় সম্পন্ন হন, ক্রমে ইহা বিবিধার্থ সংগ্রহের পদ প্রাপ্ত হইতে পারিবে। এস্থলে সম্পাদককে একটী বিষয়ে সাবধান করা আবশ্যক হইল, তাঁহাকে কিছু অতিরচনাপ্রিয় বলিয়া বোধ হইতেছে। "সুধা কি?" এইশিরোনাম দিয়া যে প্রস্তাবটী লিখিত হইয়াছে, তাহাতে এমনি অতিরচনা প্রিয়তা প্রদর্শিত হইয়াছে যে মূল কথায় ভ্রম জন্মিয়াছে। প্রস্তাব লেখক সুধাকেই রাজ প্রসাদ নির্ম্মাণ ও রাজ্য রক্ষার হেতু বলিয়া নির্দ্দেশ করিয়াছেন। উঁহার হেতু স্বতন্ত্র। সেরূপে প্রস্তাবের উপক্রম উপসংহার করা হইয়াছে তাহাতে এখানে সুধা শব্দে ইহামাত্র বুঝাইতেছে না।

৩। অভিমাবা। ইহা কলিকাতা ব্রাহ্মসমাজ হইতে সাহসনত্রে মুদ্রিত হইয়া প্রচারিত হইয়াছে। ইহাতে ঈশ্বরের উপাসনা প্রা... ও স্তুতি প্রভৃতি আছে।

আগত।

২৯এ মাঘ মঙ্গলবার।

জগদীশ্বরের কি আশ্চর্য্য সৃষ্টি। তাঁহার সৃষ্টির বিষয় পর্য্যালোচনা করিলে কে না বি... অপার হয়েন: ঢাকা হইতে ছাড়িয়া প্র... বিলাম দ্বীপের ন্যায় এক এক খানি গ্রাম ... তদ্ভিন্ন সকলি জল ও মরু ভূমির ন্যায় প্রশ... চড়া। এখানে আমাদিগের আর এখন পা... বার ও বন্ধুবান্ধবদিগের কথা মনে যাই... এখানে এখন কেবল প্রকৃতিদেবীর সহি... পরিচয় হইতেছে। অদ্য আবাখ্যা নামক এ... কটী ক্ষুদ্র বন্দরে রাত্রি অতিবাহিত করিলাম ৩০এ বুধবার প্রাতে পূর্ব্বাভিমুখে গমন... করিয়া পাবনা জেলার অন্তর্গত নাজিরগঞ্জে উপস্থিত হইলাম, তথায় শুনিলাম এস্থলে সা... হেবের একটা নীল কুঠী এবং নীলকরদিগের প্রথা অনুসারে তাঁহার প্রজাদিগের প্রতি অ... ত্যাচার করা আছে। এখানকার জল বায়ু... তত উৎকৃষ্ট নহে। ইহার নিকটে কামারু... হাটি পাঙ্গিকেউ দেপুর প্রভৃতি কতকগুলি গ্রাম নীলকর ও আর একজনকে পত্তনি দে... ওয়াতে প্রজাদিগের অত্যন্ত কষ্ট হইয়াছে। এখানে কৃষক ও সামান্য ব্যবসায়ী অধিক... চাকুরে অতি অল্প। লেখা পড়ার অনুশীলন নাই বলিলেই হয়। বুধবার আসনেতে নাব... স্থানে অবস্থিতি করা হইল। ১লা ফাল্গুন বৃহস্পতিবার পাবনা ছাড়িয়া যমুনা দিয়া ক... রিমপুর ডান হাতে রাখিয়া ঢাকা জেলায় প্রবেশ করিলাম। অদ্য গোয়ালন্দ পাড়ায় অ... বস্থিতি হইল। ২রা ফাল্গুন শুক্রবার নৌকা ছাড়িয়া মাণিকগঞ্জে উত্তীর্ণ হইলাম।

এই স্থানের উত্তর সীমা জাগীর, পশ্চিম নবগ্রাম, দক্ষিণ স্বত্রগ্রাম, পূর্ব্বে ধলেশ্বরী নদী এই নদী যমুনা হইতে নির্গত হইয়া সাবার ও ফুলবেড়ে দিয়া বুড়ি গঙ্গায় পড়িয়া হইয়াছে। এখানকার জল বায়ু স্বাস্থ্যকর, ভূমি বালুকাময়। বালি সংযুক্ত নদীর জল... প্লাবিত হইয়া শস্যোৎপত্তির অত্যন্ত ব্যাঘাত করিয়া থাকে।

চৌকিদারী বহির লিখিত মাণিকগঞ্জ...

াবার অধীন ১০২৮ ঘর বসতি। অনুমত ংখ্যা প্রায় ৬১২৭০। চৌকিদারের সংখ্যা ৮১। এখানে হিন্দু মুসলমান দুই প্রকার াতি বাস করে। তন্মধ্যে হিন্দুর ভাগ অ- ধিক. কৃষকেরা নিতান্ত পরিশ্রম পরাঙ্মুখ নহে। ন্ধ অর্দ্ধেক লোক ব্যবসায়ী, ৪ আনা চাকরে এবং ৪ আনা লোক কৃষি কর্ম্ম করিয়া জীবিকা নির্ব্বাহ করে। এখানে অনেক সংস্কার লোক আছেন বটে কিন্তু তাঁহারা সর্ব্বদা বাটীতে াস করিতে পারেন না বলিয়া দেশের সম ধিক উন্নতি হইতেছে না। এখানকার অধিকাংশ লোক বিদেশীয়দিগের সহিত কথোপকথন করিতে ভাল বাসেন। হাটা াট প্রভৃতি তত উৎকৃষ্ট না হউক কিন্তু গঞ্জে নানাবিধ দ্রব্য বিক্রয় হইয়া থাকে। অনেকেই আমার হস্তের কার্পেটের ব্যাগটি দেখিয়া টি কি এই কথা জিজ্ঞাসা করিতে এবং ৎ ছুঁয়ে দেখিতে লাগিলেন।

এই গঞ্জে এবং গঞ্জ হইতে প্রায় এক ক্রোশ অন্তরে গবর্ণমেণ্ট সাহায্যকৃত দুটী ইংরেজী বাঙ্গালা বিদ্যালয় আছে। গঞ্জের ্কুলটি অপেক্ষাকৃত পূর্ব্বে স্থাপিত। আমি প্রায় দুই ঘণ্টা বালকদিগকে পরীক্ষা করিয়া দেখিলাম বিদ্যালয়টীর ২দৃশ উন্নতি সাধন য় নাই। পূর্ব্বে যে সকল শিক্ষক ছিলেন াহাদিগের দ্বারা কিছুই হয় নাই তবে ক্ষণে যে দুই জন নিযুক্ত হইয়াছেন তাঁহারা ন্নতি করিলে করিতে পারেন। বিদ্যালয়ে জন ছাত্র অধ্যয়ন করিতেছে। অদ্য জন আগত ছিল। প্রায় অর্দ্ধ ঘণ্টার াধিক হইবে ছাত্রদিগের বিদ্যা বিষয়ে ংসাহ বর্দ্ধনার্থ বক্তৃতা করিয়া তথা হইতে হিগত হইলাম। দ্বিতীয় স্কুলটি নিতান্ত মন্দ ে গঞ্জের স্কুলের শিক্ষকেরা আমার সহি নতান্ত সদ্ব্যবহার করিলেন। এখানে এক নীল কুঠী আছে। জি পি ওয়াইন সাহেব গার কর্ত্তা, ইহার কর্ম্মচারীদ্বারা প্রজাদিগে প্রতি পূর্ব্বে যেরূপ অত্যাচার হইয়া গিয়া ক এখন তদ্রূপ হয় না। এখানে ডেপুটি াজিষ্ট্রেট ও মুন্সেফের কাছারি, ডাকঘর ং একটি থানা আছে। ডিঃ মাজিষ্ট্রেট কেন সাহেব অতি ভদ্র লোক। ইনি এ

খানে নূতন আসিয়াছেন। বোধ করি ইঁহার সুবিচারের গুণে সকলেই সন্তুষ্ট হইতে পারে; তবে আমলাদিগের (সকলের না হউক) হাতের টান আছে। এখানকার ফৌজদারীর পেস্কারের কিঞ্চিৎ প্রাধান্য দেখিতে পাওয়া যায়। শুনা গেল এখানকার মুন্সেফ বড় পাকা লোক নহেন। তাঁহার বিচারে দোষ ত্রুটি নহে। অত্রত্য নায়েব নাজারাধ্য হিন্দু। হিন্দুধর্ম্মে তাঁহার বিলক্ষণ আস্থা আছে। এই বাণিজ্যকে প্রায় চল্লিশ বৎসরেও অধিক হই যে খুব দাহ হইয়া অনেকের বিলক্ষণ ক্ষতি হইয়া গিয়াছে। এখানে শিবরাত্রি উপলক্ষে একটী মেলা হইয়া থাকে। তাহাতে ৮।১০ দিন পর্য্যন্ত নানা দ্রব্য বিক্রয় এবং বহুলোকের সমাগম হয়। এখানে রামকৃষ্ণ মুন্সী নামক একজন সম্পন্ন বৈদ্য বাটীতে অতিথি সেবার নিয়ম করিয়া বিদেশে চাকরী করিতে গিয়াছেন, কিন্তু বাটীর রক্ষকেরা তাহা সম্পূর্ণ রক্ষা করিতেছে না।

২২৭

প্রাপ্ত।

মেহেরপুর। ১৩ ই ফাল্গুন, ১২৮৭ সাল।

১। মেহেরপুর প্রসিদ্ধ বলরাম হাড়ির জন্মভূমি। উক্ত ব্যক্তি এক নূতন ধর্ম্ম প্রবর্ত্তিত করে। তাহা বলরামচন্দ্রের ধর্ম্ম বলিয়া বিখ্যাত। এরূপ প্রবাদ আছে যে, উক্ত ব্যক্তি, বীরভূম, বর্দ্ধমান, কলিকাতা, নদীয়া, রাজসাহী, দিনাজপুর, রঙ্গপুর প্রভৃতি অনেক জিলাতে অনেক শিষ্য করিয়া গিয়াছে। প্রায় ৩।৮ বৎসর হইল, বলরাম হাড়ি মানবলীলা সম্বরণ করিয়াছে। বলরাম প্রথমে অতি সামান্য লোক ছিল। এই গ্রামের চৌকিদারী করিয়া কথঞ্চিৎ জীবিকা নির্ব্বাহ করিত। অনন্তর কোন কারণ বশতঃ নিরুদ্দেশ হইয়া যায়। কিছু দিন পরে প্রত্যাগমন পূর্ব্বক ধর্ম্ম প্রচার করিতে আরম্ভ করে। ইহার মৃত্যুবিষয়েও নানা রূপ আশ্চর্য্য কথা প্রসিদ্ধ আছে। এই ব্যক্তি মরিবার তিন দিন অগ্রে বলিয়াছিল যে, আমি অমুক দিন এতক্ষণের সময় দেহ ত্যাগ করিব। তখন উহার শরীরে কোন রোগের চিহ্নই লক্ষিত হয় নাই। পরে বাস্তবিকও সুস্থ থাকিয়া পূর্ব্বকথিত সময়ে দেহত্যাগ করিল। তাহার

[illegible] শরীর [illegible] কাপড় [illegible] করে [illegible] শরীরের [illegible] রক্ষা করিতে [illegible] তাহা [illegible] [illegible] এক [illegible] হয়েছে। [illegible]

[illegible] আছে [illegible] ছিলাম। আমরা উক্ত [illegible] জানক [illegible] জিজ্ঞাসা করিলু [illegible] বোধ হইল, যে, [illegible] করে [illegible] অঙ্গীকার করে, এবং [illegible] বিশেষতঃই এই ধর্ম্ম [illegible] আশ্রয় করে। কিন্তু ইহারা [illegible] ইহারাদিগের [illegible] বিদ্যাসাগর, এবং আমাদের [illegible] বলিয়া পরিচিত। [illegible] সেই এক মাত্র [illegible] ইহাকে [illegible] বলিলেও বলা যায়। [illegible] অথবা কৃষিকর্ম্ম করে [illegible] প্রকার অত্যোষ্টি ক্রিয়াকে [illegible] আর পূর্ব্বোক্ত [illegible] করিয়া পরিচয় দেয় এবং [illegible] অবতার বলিয়া জ্ঞান করিয়া থাকে। [illegible]

২। একণে [illegible] হইয়াছে [illegible] ১০ই ফাল্গুন রাত্রি [illegible] পল্লীতে অগ্নি লাগিয়াছিল। [illegible] প্রায়ই লোকের [illegible] বিশেষতঃ [illegible] সংকীর্ণ হওয়াতে [illegible] ব্যক্তিই [illegible] দিগের বিশেষ সাহায্য করিতে [illegible] কারণ উক্ত সময়ে অধিকাংশ লোক [illegible] ছিল। সুতরাং লোকাভাবে বাধা [illegible] না পারাতে সমুদায় [illegible] সহিত [illegible] ভস্মে হইয়া গিয়াছে। এই [illegible] ৩।২০ ঘর পুড়িয়াছে। সৌভাগ্যের [illegible] যে এক ব্যক্তিরও প্রাণ নষ্ট হয় নাই।

...দিগের গ্রামের প্রায় এক ক্রোশ উত্তর [illegible] ...স করিয়া একটী গ্রাম আছে। তাঁহাদের [illegible] ...রতে হইয়া [illegible] দুই প্রহরের [illegible] ...শে গ্রামটীকে। ঐ গ্রামের গোপাল [illegible] ...সো প্রাগ ব্যক্তির বাটীতে প্রথম অগ্নি লাগে ...এবং মজুরের সময় উপকারীও [illegible] ...সময় রক্ত আগুন লাগিবামাত্র [illegible] ...রেখ, এবং ইনি যে কেহই তাঁহা [illegible] ...ন করিতে পারিলেন না। উক্ত অগ্নি [illegible] ...এব করিবার [illegible] [illegible] উপায়- ...পক্ষেরা ও পরিশেষে [illegible] হইল। ...কুই [illegible] উক্ত গ্রাম এক প্রকার ...[illegible] বর্ণা হইতে পারে। উক্ত ...কান [illegible] নামক ...বাণিজ্যে [illegible] হইয়া গিয়া- ...ান ও [illegible] সর্বদাই অগ্নিদাহ ...থাকে। ইহা- ...পল্লীতে [illegible] উপস্থিত হইয়াছে ...[illegible] এখন ও তাহারা ...[illegible] ...[illegible] ...হার [illegible] তাহা! তাহারা ...ই কষ্ট পাইতেছে। এই রূপ ক্রমা- ...উত্তর হইল। অতএব যদি ...হইতে অগ্নি নির্বাণের জন্য এখানে ...আইসে, তবে ইহাদিগের- ...প্রজেদের আর এরূপ দুর্দ্দশা সহ- ...না, তাহা হইলে গবর্ণমেন্টেরও ...কার্য্য করা হয়।

৩। ...থানকার তিন জন ডেপুটি কালে ...[illegible] শ্রীযুক্ত বাবু রজলাল ঘোষ বদলি ...[illegible] যাইবেন স্থির হইয়াছে, ...শ্রীযুক্ত বাবু দীননাথ আড্ডা ঐ রূপে ...যাইতেছেন। কেবল শ্রীযুক্ত ...বাবু [illegible] ঘোষ স্থায়ী ডেপুটি কালেক্টর ...এখানকার কার্য্য নির্ব্বাহ করিবেন।

৪। ...এখানকার মেজিষ্ট্রেটিতে বিক্রয় ...গবর্ণমেণ্ট হইতে চারি হাজার টাকার প ...আসিয়াছিল। টাকায় ৩৬টী পয়স ...ক্রীত হইয়াছে। কিন্তু যাহারা ঐ স্থান ...ইতে [illegible] কিনিয়াছে তাহারাই কেবল ঐ দর ...হয়।

বিবিধ সংবাদ।

১৯এ ফাল্গুন সোমবার।

[illegible] বিচারালয়ের আপীল ডিপার্ট- মেণ্ট [illegible] পরিবর্ত্তে ইউরোপ হইতে যে বিচারপতি আসিয়া থাকেন, ডিপার্টমেণ্টেও ঐ নিয়ম প্রবর্ত্তিত করিবার জন্য অনেকটি বিদেশ নিয়ম করিয়া গবর্ণমেণ্টের নিকটে প্রেরণ করিয়াছেন।

গবর্ণমেণ্ট আজ্ঞা করিয়াছেন প্রধান বিচারপতি ভিন্ন আর কোন জজ গবর্ণর জেনেরলের সহিত গোপনে সাক্ষাৎ করিতে পারিবেন না। এ আজ্ঞাটি অন্যায় হইয়াছে, পূর্ব্বে সুপ্রিমকোর্ট থাকিতে দুই জন করিয়া জজের প্রতিও ঐ অনুগ্রহ ছিল।

বোম্বাইয়ের নাই কলায় [illegible] সম্প্রতি এক বাঙ্গালী ব্রাহ্মণ বিবাহার্থ গমন করেন। কিন্তু তাঁহার প্রতিবেশিগণ উৎকৃষ্ট বস্ত্র পরিধান করাতে পুরোহিত বিবাহ কার্য্য সমাধানে কুণ্ঠিত হয়। কন্যাকে অগত্যা সামান্য বস্ত্র পরিধান করিয়া আসিতে হইয়াছিল। বস্ত্র সামান্য হউক, কাণ্ডটী অসামান্য।

সর বার্টল ফ্রিয়ার সমাপ্তি ভারতীয় শাসন কর্ত্তার আদর্শ স্বরূপ হইতেছেন। তাঁহার কৃষি বাণিজ্য শিক্ষা ও রাজনীতি সংক্রান্ত যাবতীয় কার্য্যই আদরণীয় ও প্রশংসার বিষয় হইয়াছে। সম্প্রতি তিনি কয়েক জন উপযুক্ত ব্যক্তিকে এক সভা স্বরূপ নিযুক্ত করিয়া পঞ্জাব, কাশ্মীর, আফগানিস্থান প্রভৃতি হইতে আশ্চর্য্য বস্তু প্রভৃতি দ্রব্যাদি সংগ্রহ করিতে অনুরোধ করিয়াছেন। কলিকাতার চিত্র শালিকাকে ভারতবর্ষীয় রাজকীয় চিত্র শালিকা করিয়া যাবতীয় প্রেসিডেন্সিতে ঐ প্রকার এক এক সভা করিলে বিশেষ উপকারের হয়।

সমাচার হিন্দুস্থানীর লণ্ডনস্থ সংবাদদাতা বলেন লেড সাহেব এখন অবধি লাণ্ড কোম্পানি সভার প্রতিনিধি স্বরূপ হইয়া বিলাতে থাকিবেন। সাহেবের প্রতি নীলকর বর্গের অপরাধার্থ নিযুক্ত থাকিবেন। তাঁহার নীলকরের প্রতি যেরূপ পক্ষপাত তাহাতে তাঁহার তদ্রূপ অসঙ্গত কার্য্যে হস্তক্ষেপ অসম্ভাবিত নয়।

আগামী শনিবার ভারতবর্ষীয় সভা গৃহে সর চার্লস উডকে অভিনন্দন পত্র দিবার জন্য এক সভা হইবে।

প্রকাশিত হইয়াছে গবর্ণমেণ্টের অনুমতি বিনা আরাকানের কর্মচারিরা ৩০,০০০ টাকা ইনকম টাক্স আদায় করিয়াছেন। ইহাকেই বলে যথার্থ রাজভক্তি।

দিগ জিলিক্ত হইবার তহি [illegible] হইতে [illegible] গেল।

[illegible] টিবিদিয়ান সভা প্রস্তুত হইয়া [illegible] দেশীয় পরীক্ষক সভায় এক জন সভা হইয়াছেন।

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা তিন জন [illegible] হারাইতেছেন। পিটর্স, মুরেল ও [illegible] সাহেব ইংলণ্ডে গমন করিতেছেন।

পূর্ব্বাচারপর উত্ত আজ্ঞা করিয়াছেন ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার জন্য প্রতি প্রেসিডেন্সি হইতে এক এক স্বতন্ত্র প্রতিনিধি আসিবার প্রয়োজন নাই। গবর্ণর জেনেরলের কার্য্য সম্পাদক কৌন্সিল সভার জন্য ঐরূপ করা কর্ত্তব্য। ইহা দ্বারা কেবল দুই এক অবৈতনিক সভাকে বাণিজ্য করা হইতেছে।

হিন্দুপ্যাট্রিয়ট বলেন, ভারতবর্ষীয় রেইলওয়ের [illegible] কলেজের অংশ সম্পূর্ণ হওয়াতে গবর্ণর জেনে[রল] তাঁহাদিগকে আগামি বৎসরের ব্যয়ের [illegible] হিসাব করিতে লিখিয়াছেন। তন্নিমিত্ত তাঁহাদের প্রধান প্রধান কর্মচারিরা সম্প্রতি [illegible] এক সভা করিয়াছিলেন। এতদ্বারা ব্যয় [illegible] হইবার সম্ভাবনা।

ফিনীশেণেট বলেন লর্ড এলগিন ২৩এ [illegible] জয়ারি মথুরা ত্যাগ করিয়া বৃন্দাবন হইয়া [illegible] গমন করিয়াছেন।

বাম্বাই টাইমস বলেন, তত্রত্য প্রধান [illegible] বিচারালয়ের গবর্ণমেণ্ট উকীল ইংরাজী না [illegible] তাতে বিশেষ অসুবিধা হইতেছে। বালাজুরে [illegible] আফিমীর প্রাণ বধ করাতে সেসিয়ন বিচারালয়ে তাঁহার ফাঁসীর আজ্ঞা হয়। রাণী তন্নিমিত্ত প্রধান [illegible] বিচারালয়ে আপীল করেন। তাঁহার উকীল যথাসাধ্য তদীয় পক্ষ সমর্থন করিয়াছেন কিন্তু গবর্ণমেণ্টের উকীল না থাকাতে বিচারপতিদিগের উকীল স্বরূপ কার্য্য করিতে হইয়াছিল। এমত স্থলে গবর্ণমেণ্ট উকীলকে [illegible] পদ দিয়া ইংরাজী জানেন এপ্রকার এক ব্যক্তিকে উক্ত পদে নিযুক্ত করাই কর্ত্তব্য।

২০এ ফাল্গুন মঙ্গলবার।

অযোধ্যা গেজেট বলেন রেওয়ার ৫১৬ জন প্রজা রেওয়ার রাজার নামে ব্রিটিশ গবর্ণমেণ্টের নিকটে অভিযোগ করিয়াছিল বলিয়া রাজা তাহাদিগের মস্তক ছেদন ও সমস্ত সম্পত্তি রাজসাৎ করিতে অনুমতি করিয়াছেন। এই কথায় কাঁদিয়া কথা শুনিলে ভারতবর্ষের পূর্ব্বাবস্থা স্মরণ হয়।

সম্প্রতি এক দল পঞ্জাবীস বন্দুরের আসিয়া ছ। কিন্তু সে সময়ে বাঙ্গালির অভিশয় জোর ছে তাহারা মথা ফেক্ষে বসিতে পারে ই।

ঢাকা মিউজ বলেন পোলিস ইনিস্পেক্টর জেনরল সি, এক, কার্বেক সাহেব আগামি শ পর্য্যন্ত তথায় উপস্থিত হইবেন।

লাহোর ক্রনিকল বলেন মুলতান হইতে কল পঞ্চপাল আসিয়া লাহোর ব্যাপ্ত করিয়া ন।

তিনি আরো বলেন বোম্বাই গবর্ণমেণ্ট জ্বরা পীড়িত ইউরোপীয়দিগের জন্য একটী চিকিৎসালয় নির্মাণের প্রস্তাব করিয়াছেন। ইহা প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় হইবে।

বাঙ্গলার পোষ্ট মাষ্টার জেনরল কুষ্টিয়া ও জাঙ্গার দুটী পোষ্ট আফিস করিবার অভিপ্রায় প্রকাশ করিয়াছেন ঐ আফিস এক্ষণে পরীক্ষা স্থলে থাকিবে, যদি উত্তম রূপ কার্য্য চলে তাহা হইলে চিরস্থায়ী হইবে।

মহীসুর রেকর্ডার বলেন স্কুলের প্রধান শিক্ষা অনাথ বালকদিগের পাঠগৃহ নির্মাণার্থ একটী চাঁদা করিয়া ৯০০০ টাকা তুলিয়াছেন, অবশিষ্ট ব্যয়ের জন্য গবর্ণমেণ্টের নিকটে সাহায্য প্রার্থনা করা হইয়াছে।

হরকরার নূতন সম্পাদক হটন সাহেব কলিকাতায় আসিয়াছেন। আগামি সোমবার অবধি তিনি কার্য্য ভার গ্রহণ করিবেন। ইনি হরকরার পূর্ব্ব সম্পাদকদিগের পথের পথিক না হন এই আমাদিগের অনুরোধ।

২০এ ফাল্গুন বুধবার।

ফিনিক্স বলেন, ভারতবর্ষের রাস্তা প্রভৃতি সাধারণ কার্য্যের নিমিত্ত লোকাল ফণ্ড হইতে ১৮৬১।৬২ অব্দে ৩১৮৯০০০০ টাকা দেওয়া হইয়াছে।

পুনা অবজারবর বলেন হায়দরাবাদে পুরাতন গৃহাদির সংস্কার ও নূতন গৃহাদির নির্ম্মাণে ৩৭৫১ টাকা ব্যয় হইয়াছে

জর্জ কাবেল সাহেব কলিকাতার প্রধান কজ আদালতের অস্থায়ী বিচার পতি হইয়াছেন।

হরকরা বলেন, আগামী মে মাস পর্য্যন্ত বোম্বাই প্রদেশের ব্যয় সংক্ষেপ কর হইবে, স্থির হইয়াছে।

তিনি আরো বলেন, মরিসস্ দ্বীপের নিকটে পি, এল্ ক্রোবাই নামক জাহাজ জলমগ্ন হওয়াতে ১১০০০ থলিয়া শস্য নষ্ট হইয়াছে।

তিনি আরো বলেন, কাশী পর্য্যন্ত রেলওয়ে খোলাতে এত দ্রব্যের আমদানি হইয়াছে যে রেলওয়ে কোম্পানি অদ্যাবধি তাহা ... অসমর্থ হইয়াছেন।

স্মল কোর্ট উইলিয়ম দুর্গের চৌকির হেটর কর্ট জনষ্টন সাহেব গোমস্তার উপর ... হইয়াছেন, দুই জন বাঙ্গালি ও এক জন ইউরোপীয় প্রত্যেকে ২০০ টাকা প্রদান করিয়া সেই মকদ্দমা আরোপণ করেন। বাঙ্গালির ক্রমে সাহসের উদ্ঘাটন করিতে আরম্ভ করিয়াছেন।

কর্ণেল পোকটান ও আর এক জন ফরিদি এক জন অহিফেনের বণিকের নিকটে উৎকোচ

লইয়া চৌকিদারকে মিথ্যা সংবাদ প্রেরণ করাতে তাহাদিগের এক বৎসর কয়েদ মেয়াদ হয়। তাহারা মুক্ত হইয়া, নীমচাঁদ মেলাপ চাঁদ নামক এক জন বণিকের নামে উৎকোচ দিয়াছে বলিয়া নালিশ করাতে বণিককে সেসিয়নে সমর্পণ করা হইয়াছে। দেখা যাউক, উৎকোচদাতা অথবা উৎকোচ গ্রহীতা ইহার মধ্যে কাহার দণ্ড গুরুতর হয়।

দক্ষিণ মহারাষ্ট্র নিকরভূমির বন্দবস্ত শেষ হইয়াছে।

আমরা আহ্লাদিত হইয়া প্রকাশ করিতেছি সর বার্টল ফ্রিয়ার ভারতা পবলিক ওয়ার্কের অপব্যয় নিবারণার্থ সবিশেষ যত্নবান হইয়াছেন। বঙ্গদেশে শতকরা ২৫ টাকা কর্মচারি প্রভৃতির বেতনের জন্য ব্যয় হয়, কিন্তু সিন্ধুর কোন কোন স্থানে শতকরা ৩৪ অবধি ৭৬ টাকা কেবল তত্ত্বাবধারণের জন্য ব্যয় হইয়া থাকে। এই জন্য তিনি কার্টিজ দ্বারা কার্য্য সম্পাদন করিবার সংকল্প করিয়াছেন। ভারতবর্ষের সমস্ত বিভাগের ব্যয় সংক্ষেপ হইয়াছে, কিন্তু পবলিক ওয়ার্ক ডিপার্টমেণ্ট অদ্যাপিও যেমন তেমনি রহিয়াছে।

চীনদেশীয় এক পত্র দ্বারা জানা যাইতেছে, কোচিন চীনে ফরাশীরা অতিশয় বিপদগ্রস্ত হইয়াছেন। কোচীন চীনের সম্রাট সন্ধি ভঙ্গ করিয়া সেগাম আক্রমণ করিয়াছেন। ফরাশী গবর্ণরের অধীনে অতি অল্প মাত্র সৈন্য থাকাতে যাবতীয় ফরাশী সেনা লইয়া যুদ্ধ করিতে আসিতেছেন। আমরা যত বৃত্তান্ত পাঠ করিতেছি, তদ্দ্বারা বোধ হইতেছে ১৮৫৭ অব্দে ভারতবর্ষে ইংরাজদিগের যে প্রকার বিপদ হইয়াছিল ফরাশিদিগের এক্ষণে সে প্রকার হইতে পারে। ফরাশী সম্রাটের উপনিবেশ সংক্রান্ত রাজনীতি উৎকৃষ্ট বটে কিন্তু একটি প্রধান দোষ লক্ষিত হইতেছে তিনি এককালে ভারতবর্ষের ন্যায় এক বৃহৎ সাম্রাজ্য অধিকার করিতে চাহিতেছেন।

২২এ ফাল্গুন বৃহস্পতিবার।

বোম্বাই গেজেট বলেন ভারত সংবাদ প্রকাশের সম্পাদক বাবু কর্ষণদাস মুলজী মহারাজ ঘটিত বিষয়ে অতিশয় সাহস ও অধ্যবসায় প্রদর্শন করাতে তাঁহাকে কোন স্মরণীয় চিহ্ন প্রদান করা হইবে। তন্নিমিত্ত এক সভা হইয়া তৎক্ষণাৎ ৪০০০ টাকা চাঁদা হইয়াছে আরও অধিক হইবার সম্ভাবনা আছে। এ সকল বিষয়ে বোম্বাই বঙ্গদেশকে অনেক নীচে ফেলিয়াছেন।

আপরাধ দরবারে একটি মনোহর কাণ্ড হইয়া গিয়াছে। টিকারির অষ্টম বর্ষীয় বালক রাজা হস্ত উত্তোলন করিয়া লার্ড এলগিনকে বলিলেন, তিনি পিতৃ হীন, অতএব ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট তাঁহার রক্ষা কর্ত্তা। লার্ড এলগিন বালকের স্কন্ধদেশে সাদরে হস্তক্ষেপ করিয়া বলিলেন গবর্ণমেণ্ট তদর্থ সর্ব্বদা যত্নবান থাকিবেন। এস্থানে ইহা বলা কর্ত্তব্য টিকারির মৃত রাজা কেবল সাহেবকে বিদ্রোহ কালে রক্ষা করেন, বিদ্রোহিরা বারম্বার তাঁহাকে সমর্পণ করিতে বলাতে রাজা বলিয়াছিলেন "আমি তোমাদিগের হস্তে আমার এক মাত্র পুত্রকে সমর্পণ করিতে পারি কিন্তু শরণাগত ব্যক্তিকে দিতে

পারি না।" এই বালক সেই [illegible]

সম্প্রতি মজফ্ফরপুরের বাজার্ড [illegible] ভিত্ত শিব মীন শ্রীক্ষেত্রে গমন করিয়াছেন।

গত বৎসর মান্দ্রাজে ১১,৫১,০৭,৮৮৮ টাকার বাণিজ্য হইয়াছে। গত বৎসর [illegible] এবার ১,১৪,১৫,০৬৯ টাকা অধিক হইয়াছে [illegible]

টাইমস অব ইণ্ডিয়া বলেন কোর্ট [illegible] কর্ণেল জাদি ও পোষাটার আদির [illegible] সর বিউক্লের প্রতি অসন্তোষ প্রকাশ [illegible] হেন। কর্ণেল ফাঁসকে দোষ মুক্ত [illegible] বে হইবে।

লার্ড এলগিন কৃষ্ণাবনের মন্দির [illegible] দেব সংক্রান্ত বহু সকল দর্শন করিতে [illegible] ছেন।

বোম্বাই সটর্ডে রিবিউ বলেন কৃষ্ণনগরের [illegible] বিষয়ে বাকবিতণ্ডা হইয়া রেইলওয়ে [illegible] যাইবার বিষয়ে লার্ড এলগিনের [illegible] সর বার্টল ফ্রিয়ার তাহার প্রতিবাদ করিয়াছেন [illegible] বাকবিতণ্ডা হইয়া রেইলওয়ে [illegible] উপকার হয়।

আমরা শ্রবণ করিলাম সর [illegible] তম হবির (বদি অর্ডর বিষ্টমেণ্ট) [illegible] উপকার হইয়াছে, জানিতে চাহিয়াছেন [illegible] তি এক শত টাকায় সুদ [illegible] সকলেই পূর্ব্ববৎ কাম্পেনী [illegible] না করিতেছেন।

ইংলিশম্যানের সিবিলিয়ন [illegible] ন, সম্প্রতি লাইফলনের [illegible] নিকের সমক্ষে ৩০০০ স্বর্ণ মুদ্রা [illegible] ছে। সুলতান [illegible] সত্তা হইতেছে।

ফ্রেণ্ড অব ইণ্ডিয়া বলেন [illegible] নীলকর বাম্পীয় জল [illegible] তাহার দ্বারা বঙ্গের অনেক [illegible] নাশক ভয় হইতে তাহার মধ্যেও [illegible] পাত্তা কিছু কষ্ট হইতেছে বটে [illegible] শীঘ্র দূর হইবার সম্ভাবনা আছে [illegible] এ জীহুদিগকে কি মর্ত্তক দ্বাদশী [illegible] বেন?

উক্ত পত্রের সম্পাদক [illegible] সাহেব কষ্টাঙ্কি বিষয়ে ... বিষয়ে [illegible] "আমরা এদেশে থাকিয়া [illegible] বুঝিতে পারিতে ছি না [illegible] ভিত্ত যাবতীয় নীলকর [illegible] ও বিষয়ী কষ্টাঙ্কি বিষয়ে [illegible] ন। যে ব্যক্তি ভারতবর্ষ হইতে [illegible] কষ্টাঙ্কি বিষয়ে কথা বলেন। কিন্তু [illegible] কষ্টাঙ্কি বিষয়ে বিরুদ্ধ বক্তৃ সমান [illegible] বল সাহেবের ভারতবর্ষীয় ও ইংলণ্ডী [illegible] দের প্রতি শত্রুতা প্রদর্শন করিবার [illegible] ধরিয়াছেন। ম্যাজিষ্ট্রেটের এক্ষণে [illegible] ক্ষমতা নাই, এবং লোকে তাঁহাকে [illegible] না। দেওয়ানী দোষে কৌজদারি দণ্ড [illegible] র অপকারীকে মেয়াদ দেওয়া [illegible] আমাদিগের যে সংস্কার হইয়াছে [illegible] ই যাইতেছে না। অপর গবর্ণমেণ্টের [illegible] স্কন্দও অদ্যাপি ভারতবর্ষে থাকার [illegible]

এই প্রকার ... অতএব উক্ত দেশে এ প্রকার ... হয় করিবে অন্তর্ধান ... বোধ নামে ... মার্শমান সাহেবের ... প্রস্তাব ... বিশেষ্ণদিগের মুখেই কর্তৃক বিলেই অনুমোদন ... হইতে পান।

... এক. ১৩ই ফাল্গুন শুক্রবার।

দীনি গেজেট বলেন এলাহাবাদের বিদ্রোহী ... বিপ ... চুক্ত মুক্ত হইয়া বলপ্রয়োগে বেনারসে প্রেরিত ... ইয়াছেন।

উক্ত পত্রের মতুরাস্থ সংবাদদাতা বলেন ২১এ ... ফেব্রুয়ারি গবর্নর জেনেরল তথায় উপস্থিত ছিলেন।

... ইঞ্জিনিয়ার বলেন, ১৯এ ফেব্রুয়ারি ... আগরার মেডিকল কালেজের পারিতোষিক ... নসময় হইয়া গিয়াছে, ... ক্লাসের ছাত্রদিগের ... বিশেষ ... উপস্থিত থাকিয়া ছাত্রদিগের ... উৎসাহ বর্দ্ধন করিয়াছেন।

পুনা অবজারবর বলেন, পুনা, বোম্বাই, ও ... নানা স্থানবাসিরা একত্র হইয়া নাসিক ... ছাত্রের জন্য বিদ্যালয় নির্ম্মাণার্থ ... অনুষ্ঠান করিয়াছে, আর তাঁহারা ... এই অবস্থায় ৩৫০০ টাকা সংগ্রহ করিয়াছে ... অন্নসত্র প্রেরণ ...

... বিশেষ বলেন, কটন কাউন দিয় ... বাবু ... বহুতায়তী ... দেড় আনা ... আদান করিতে ... লইয়াছে। তাহাতে বাস্তবিক ... টাকা আয় হইতে পারিবে।

... ২৪এ ফাল্গুন শনিবার।

... গতবারে অনারেবল হ্যারিংটন সাহেব ... আফিসের দেওয়ানী গবর্নর ... উদ্দেশে ... গিয়াছিলাম, কিন্তু ঐ পদ ... পরিত্যাগ করিয়াছেন, ফিনান্সিয়াল সেক্রেটারি ... সাহেবের ঐ পদ প্রাপ্তির সম্ভাবনা শুনা যাইতেছে।

... রাছেন, আরো অন্য প্রধান কর্মচারি নিয়োগের সম্ভাবনা আছে।

উক্ত পত্রের সংবাদদাতা বলে ... পত্রের ... বিরুদ্ধে ... করিবার প্রস্তাব হইয়াছে।

... প্রধান মন্ত্রী ... মন্ত্রীদের পরিবর্তিত শাসন ... বাবু ... নিযুক্ত ... গ্রহণ করিয়াছেন ...

... বিদেশীয় সমাচার।

... ফেব্রুয়ারি। নিউইয়র্ক ৬ই ফেব্রুয়ারি ... দলের নিকটে একটি ... বিদ্রোহিরা অবরোধকারী ... আক্রমণ পূর্ব্বক তাহাদিগকে ... করিয়া দুইখানি জাহাজের নৌকা লইয়া ... করিয়াছে। সেনাপতি শরমন বাধা ... প্রস্থান করিয়াছেন। সেনাপতি ফষ্টার অনেক টাকা

ও যুদ্ধ জাহাজ লইয়া লোকটি হইতে চার্লষ্টোন আক্রমণ করিতে গমন করিয়াছেন। আলাবামা জাহাজ ... নামক জাহাজের নৌকা বিনষ্ট করিয়াছে। সংযুক্তরাজ্য অভ্যন্তরে যদ্যপি বিদেশ হইতে আমদানী দ্রব্যের শুল্ক বসাইয়াছেন।

লণ্ডন ১০ই ফেব্রুয়ারি। ৭ই ফেব্রুয়ারি মহাসভার অধিবেশন হইয়াছে। প্রিন্স অব ওয়েলস তাহার ... আসন গ্রহণ করিয়া যে বক্তৃতা করিয়াছেন, তাহা টেলগ্রাফে আসিয়াছে। মন্ত্রিরা ডেন্মার্ক গ্রীস ও অষ্ট্রেলীয় দ্বীপের বিষয়ে যে কার্য্য করিয়াছেন, ... ও ... তাঁহাদের মত প্রকাশ করিয়াছেন কিন্তু আমেরিকার যুদ্ধে ... বিষয় ... করিয়াছেন, তাঁহারা তাহার অনুমোদন করিয়াছেন এবং এরূপ অভিপ্রায় প্রকাশ করিয়াছেন ভারতবর্ষের বিষয় শীঘ্র তর্ক বিতর্ক করা হইবে। ... ... দিবার নিমিত্ত এক অভিনন্দন পত্র মনোনীত করা হইয়াছে। লার্ড ষ্টানলী ... করিলেন ... যে সকল কার্য্য হইতে ... ভবিষ্যতে ... উক্ত মার্কেটের ... যে কথা ... ছিলেন ... তাহার বিপরীত বলা হইয়াছে কেন ... উক্ত ... স্বীকার করিলেন ... তিনি যে বক্তৃতা করেন, তাহাতে ... যে এক পত্র আসিয়াছে তাহাতে ... উক্ত বলে ... হইয়াছে। ... সেই পত্র পাঠ করিলেন ... বলিলেন ... একত্রিত করিবার বিষয়ে ... কাগজ পত্র ছাপিবার জন্য তিনি প্রস্তাব করিবেন। ভারতবর্ষের সেনাদলের আফিসরেরা যে যে কষ্টের বিষয়ে আবেদন করিয়াছেন, তাহাতে হস্তার্পণ করা হইয়াছে। এরূপ ... মাডষ্টোন সাহেব বিদেশ হইতে আমদানী দ্রব্যের শুল্ক কমাইবার ... গবর্ণমেণ্ট ... টাকা দিতে

সম্মত হইয়াছেন। ... কোন ব্যক্তি ... অমাকে ... অনুসন্ধানার্থ এক বিচারালয় বসিবে। ... মার্টিনস কে সি বি হইয়াছেন। ১৮ই মার্চ প্রিন্স অব ওয়েলসের বিবাহের দিন স্থির হইয়াছে। ... জাহাজ নাবিক আরোহী ... নিকটে জলমগ্ন হইয়াছে ... অনেক ... হইয়াছে। ... সেনাপতি ... বন্দোবস্তের অনুমোদন করিয়াছেন।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেন্ট গবর্নরের

আদেশানুসারী নিয়োগ।

২৩এ ফেব্রুয়ারি অনরেবল সি. ই. ট্রিবেলিয়ন ... পরীক্ষক সভার সভাপতি হইবেন।

... সাহেব ... হইবেন।

বাকরগঞ্জের ... ১৮৬২ অব্দের ১৪ এপ্রেলের গেজেটে ... নিয়ম অনুসারে ... ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

কাপ্তেন ... সাহেব ... পোর্ট ... হইবেন।

২৫এ ফেব্রুয়ারি মৌলবী ... প্রতিনিধি ... এবং ... ক্ষমতা ... হইবেন।

২৬এ ফেব্রুয়ারি ... সাহেব ... কালেক্টর প্রতিনিধি ... হইবেন।

বাবু ... তথাকার সহকারী ... প্রতিনিধি হইবে।

৩রা মার্চ, ... প্রতিনিধি ... সুপারিণ্টেণ্ডেণ্ট ... সাহেব ... পুলিস আফিসের ... করিবেন।

২৭এ ফেব্রুয়ারি—বাকরগঞ্জের ডেপুটী ম্যাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর বাবু ... ১৮৬২ ... আইন ও ১৮৫৫ অব্দের ... আইন অনুসারে ... কালেক্টরের ক্ষমতা পাইয়াছেন।

২৮এ ফেব্রুয়ারি— ... হইবেন।

... ম্যাজিষ্ট্রেট হইবেন এবং ১৮৬১ অব্দের ... ১৮৬২ অব্দের ... অনুসারে ... ম্যাজিষ্ট্রেট ক্ষমতা পাইবেন।

২রা মার্চ ... বিভাগের ডেপুটি কালেক্টর বাবু ... উক্ত বিভাগে ... ছেন এবং ১৮৩৮ অব্দের ৯ ও ১৮৩২ ... আইন অনুসারে ... ও ... কালেক্টরের ক্ষমতা প্রাপ্ত হইবেন।

নদিয়ার ... ডেপুটি ম্যাজিষ্ট্রেট ... মৌলবী ... ১৮২০ অব্দের ... ১৮২১ অব্দের ... আইন অনুসারে ... ক্ষমতা পাইবেন।

... ডেপুটি ম্যাজিষ্ট্রেট ... মৌলবী ... ১৮ ... ১৮৩৮ অব্দের ... আইন অনুসারে ... বাকরগঞ্জের ... ক্ষমতা পাইয়াছেন।

৩রা মার্চ— ... সাহেব ... হইবেন।

এইচ, এম, ... সাহেব ... শ্রেণীর সহকারী পুলিস সুপারিণ্টেণ্ডেণ্ট হইবেন।

এ. আলি সাহেব ... সহকারী পুলিস সুপারিণ্টেণ্ডেণ্ট হইবেন।

জি. এ. এল ... সাহেব বীরভূমের ... সহকারী সুপারিণ্টেণ্ডেণ্ট হইবেন।

পত্রপ্রেরকের প্রতি।

[illegible] প্রেরিত পদ্য গুলি আমাদিগের মনোনীত হইল না।

"ব্রাহ্ম" এই স্বাক্ষরিত পত্রে ব্রাহ্মদিগের অনর্থক নিন্দা করা হইয়াছে, এই কারণে উহা পরিত্যক্ত হইল।

রামচন্দ্রদেবের পত্র আমাদিগের মনোনীত হইল না।

কেদার বাবুর পক্ষ সমর্থন করিয়া মেদিনীপুর হইতে যে পত্র আমাদিগের নিকটে আসিয়াছে আমরা তাহা প্রকাশ করিলাম না, কারণ কেদার বাবু বিধবা বিবাহ বিষয়ে যথেষ্ট চিত্ত সাহায্য করেন নাই, পত্রপ্রেরকের এক প্রকার তাহা স্বীকার করা হইয়াছে।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয়েষু

মহাশয়! উক্ত পদারূঢ় ব্যক্তিদিগের কোন সৎ গুণ দর্শন করিলে মনে একটী অনির্বচনীয় প্রীতির উদয় হয়। সম্প্রতি "সাতক্ষীরায়" ডেপুটী মাজিষ্ট্রেট শ্রীযুক্ত বাবু শ্রীশচন্দ্র বিদ্যারত্ন [illegible] উপলক্ষে এখানে আসিয়াছেন। তিনি কয়েক ব্যক্তিকে এখানকার স্কুলের কথা [illegible] জিজ্ঞাসা করিয়া এক দিন স্কুলে গিয়া প্রায় [illegible] কাল আমাদের [illegible] বালকের পরীক্ষা লইয়া এখানকার সকলের উৎসাহ বর্দ্ধন করিয়াছেন এবং [illegible] লিখিত কয়েক পংক্তি লিখিয়া দিয়াছেন। [illegible] আমার আশা এই শ্রীযুক্তের ন্যায় বিদ্যা[illegible] করিয়া [illegible] প্রীতি [illegible] বালকেরা [illegible] পুস্তকের [illegible] করিল ইহা [illegible] উহাদিগের মনোযোগ ও মেধা ও বুদ্ধিমত্তার বিশিষ্ট পরিচয় পাওয়া গেল, বিশেষতঃ অনেকেই উত্তম [illegible] দ্বারা সুচারুরূপে উক্ত বিষয় শিক্ষা করার [illegible] প্রদান করিলেন। প্রথম শ্রেণীর বালকেরা ব্যাকরণ [illegible] শিক্ষা করিয়াছে এবং [illegible] বিষয়েও প্রগাঢ় শিক্ষার পরিচয় প্রদান করিল। নিম্ন শ্রেণীর অধিকাংশ বালকই অনেকে স্ব স্ব পাঠ্য পুস্তকের আবৃত্তি করিল. অধিকতর আহ্লাদের বিষয় এই যে একটী বালিকাও ঐ বালকদিগের এক শ্রেণীতে নিবিষ্ট থাকিয়া স্ত্রী শিক্ষার আদর্শ দর্শন করাইল। অতএব আমি এই বিদ্যালয়ের শিক্ষক শ্রীযুক্ত বাবু [illegible] চন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের [illegible] [illegible] শিক্ষা প্রণালীর প্রচুর প্রশংসা করিয়া পরিশেষে শ্রীযুক্ত গ্রামস্থ সমস্ত [illegible] এই বিদ্যালয়ের উন্নতি কল্পে যথোচিত যত্ন [illegible] করিতে অনুরোধ করি ও প্রার্থনা করি [illegible] এই বিদ্যালয়টী গবর্ণমেণ্টের সাহায্য [illegible] করিয়া দিন দিন উন্নতি লাভ করুক [illegible] এই [illegible] দের ন্যায় যথার্থ তত্ত্ব [illegible] [illegible] সন ১২৬৯ সাল ২৯এ মাঘ

মহাশয়! ইহা দ্বারা আমাদিগের স্কুলের যে কত উৎসাহ বৃদ্ধি হইয়াছে তাহা বলিতে পারি না। নিবেদন ইতি।

সন ১২৬৯ সাল। ৩রা ফাল্গুন
শ্রী[illegible]কান্ত দত্ত
শ্রী[illegible] বন্দ্যোপাধ্যায়

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক

মহাশয়েষু।

২৬এ ফেব্রুয়ারি বেথুন সোসাইটী সভায় "সেকেন্দ্রালে মিটিঙের" প্রথম অধিবেশন হইয়াছিল। লোক সংখ্যা বড় অধিক হয় নাই, বড় অল্পও হয় নাই। আটটার পর সভার কার্য্য আরম্ভ হইল। সভা আরম্ভ হইলে ডফ সাহেব [illegible] করিয়া কহিলেন " আমরা এত দিন পর্য্যন্ত কোন কোন সভ্যের মৃত্যু, কাহার কাহার পীড়া এবং অপরের স্বদেশগমন হেতু এই সভা আরম্ভ করিতে পারি নাই। যাহা হউক একণে আমরা সেই সকল বাধা অতিক্রম করিয়া আপনাদিগের কার্য্যে প্রবৃত্ত হইতেছি। এই সেকেন্দ্রাল মিটিঙের সভাপতি মিং ই বি কাউয়েল. এম, এ হিন্দু দর্শন বিষয়ক যে প্রস্তাব পাঠ করিবেন, তাহা শ্রবণ করুন, ইহা নিতান্ত উপযোগী ও অতিশয় উপকারজনক।

মহাশয়! কাউএল সাহেব গাত্রোত্থান করিয়া কহিলেন গত বৎসর এবং তৎপূর্ব্ব বৎসর সভার যাদৃশ উন্নতির লক্ষণ দৃষ্ট হইয়াছিল, এ বৎসর তাদৃশ নহে। এই বিষয়ের দোষ আমি নিজ স্কন্ধেই লইব, কেন না আমি কালেজের কার্য্যে নিতান্ত ব্যস্ত থাকিয়া এবিষয়ে সবিশেষ মনোযোগ করিতে পারি নাই, কিন্তু এই বলিয়া আমি [illegible] যে দোষের ভাগী এমত নহে, তাঁহাদেরও সকলের মনোযোগ আবশ্যক। যাহা হউক আমি এবারে হিন্দু দর্শন বিষয়ক একটি প্রস্তাব প্রস্তুত করিয়াছি। ইহা নিতান্ত উপকার জনক, সন্দেহ নাই। ইহাতে শৈব দর্শন, প্রত্যভিজ্ঞা দর্শন, রসেশ্বর দর্শন, এবং বৈশেষিক দর্শন এই চারিটি দর্শনের বিষয় লিখিত হইয়াছে। এই চারিটি বিষয় সর্ব্ব দর্শন সংগ্রহ নামক গ্রন্থ হইতে লিখিত। মাধবাচার্য্য নামক এক জন দাক্ষিণাত্য ব্রাহ্মণ মূল সংস্কৃত সর্ব্বদর্শন সংগ্রহ করেন। এক্ষণে সেই গ্রন্থ সংস্কৃত কালেজের দর্শনের অধ্যাপক বাঙ্গালায় অনুবাদিত করিয়াছেন। এই প্রস্তাব ঐ বাঙ্গালা অনুবাদ হইতে নীত। মাধবাচার্য্যের বিষয় জানা নিতান্ত আবশ্যক। এবং তিনি কোন সময়ে ছিলেন তাহাও অবগত হওয়া অত্যন্ত প্রয়োজনে পযোগী। তাঁহার সময়ে সংস্কৃত দর্শনের এবং অপরাপর শাস্ত্রের পুনরুজ্জীবন হয়। ভারতবর্ষীয় সমস্ত [illegible] দীর্ঘজীবন[illegible] লোক সমূহের ন্যায় মাধবাচার্য্যের কেবল নাম মাত্র আছে, তদ্বিষয়ক কোন লিখিত ইতিহাস নাই, কেবল পরম্পরাগত কিম্বদন্তী মাত্র প্রচলিত আছে।

যে সময়ে হিন্দুস্থান যবনরাজ মহম্মদ তোগলক কর্ত্তৃক শাসিত হয়, সেই কালে কথিত সম্রাটের সাতিশয় প্রচণ্ড [illegible] [illegible] কয়েকটী রাজ বিদ্রোহ [illegible] একটী মধ্য ভারতবর্ষে এবং আর দুটী [illegible] দক্ষিণ ভাগে। এই শেষোক্ত [illegible] [illegible] রাজ বিদ্রোহে দুটী স্বতন্ত্র রাজ্য [illegible] হয়। তাহার অন্যতর বিজয় নগর। [illegible] নগরের সংস্থাপন কর্ত্তা মাধবাচার্য্য। [illegible] আর একটী নাম বিদ্যারণ্য। [illegible] ব্রাহ্মণের পুত্র। বাল্যকালাবধি তাঁহার [illegible] লাভ অতিশয় প্রবল ছিল। ক্রমে [illegible] হইলে দেখিলেন যে তাঁহার বহু [illegible] অর্থ সমাগম হইল না। ইহাতে [illegible] পরিশেষে তিনি সংসার পরিত্যাগ পূর্ব্বক [illegible] অবলম্বন করিলেন। এতদবস্থায় [illegible] [illegible] হইয়া তাঁহাকে প্রচুর অর্থ দিতে [illegible] করিলেন, মাধব তাহাতে উত্তর দিলেন যে তিনি এক্ষণে সংসারত্যাগী সন্ন্যাসী হইয়াছেন, তজ্জন্য তাঁহার অর্থের প্রয়োজন [illegible] লক্ষ্মী কহিলেন যদি তিনি পুনরায় [illegible] প্রবিষ্ট হন, তাহা হইলে তিনি এক [illegible] লোক হইবেন। ইহাতে মাধব [illegible] গুলি শিষ্য সংগ্রহ করিলেন, এবং [illegible] নাম ধারণ পূর্ব্বক সুযোগ অন্বেষণ করিতে লাগিলেন। ঐ সময়ে মহম্মদ তোগলকের [illegible] দক্ষিণদেশীয় সমস্ত লোক তাঁহার [illegible] মুক্তি পাইবার জন্য প্রস্তুত প্রায় ছিল [illegible] ব তাদৃশ জনগণের অগ্রে অগ্রসর হইয়া [illegible] বাসাইয়া অবশেষে বিজয় নগর [illegible] [illegible] এই নির্দ্ধারিত হইল যে এক [illegible] দুন্দুভি বাজিলে যে প্রস্তরের উপর [illegible] [illegible] দিবে সেই প্রস্তর খানি স্থাপিত [illegible] তাহা হইলে ঐ নগর চিরস্থায়ী [illegible] প্রস্তর খানি স্থাপিত হইলে পর [illegible] ঠিক সময়ে তাহা বসান হয় নাই, [illegible] ব কহিলেন ঐ নগর চিরকাল না থাকিয়া [illegible] ৩০০ শত বৎসর মাত্র থাকিবে। [illegible] [illegible] নগর সংস্থাপিত হইল। [illegible] [illegible] ঐ নগরের জয় ছিল। [illegible]

বিজয় নগর সংস্থাপন করিয়া মাধব তাহাতে আধিপত্য করিতে না পারেন, এবং নিজ লোকাস্তর প্রাপ্তির পর সেকো [illegible] নামক এক ব্যক্তিকে রাজ্য সমর্পণ করিয়া যান। কিন্তু অনেক [illegible] ধর্ম্মলিখিত [illegible] দ্বারা সপ্রমাণ হয়, যে সেকো রাও এবং মাধবাচার্য্য এক সময়ে বর্ত্তমান ছিলেন। ইহাতে এবং অপরাপর প্রমাণ দ্বারা স্থিরীকৃত হইতেছে যে মাধবাচার্য্য সেকো রাওকে উত্তরাধিকারী না করিয়া, তাহাকে রাজা করিয়া আপনি তাহার মন্ত্রির ভার গ্রহণ করিয়াছিলেন, সুতরাং রাজ্য সংক্রান্ত সমস্ত কার্য্য তদ্দ্বারা সাধিত হইত। এই সকল কার্য্যে কালের [illegible] তিনি শাস্ত্রালোচনায় যে রূপ রত ছিলেন তাহা শ্রবণ করিলে যথার্থ [illegible] রাজ্য সংক্রান্ত নিরবচ্ছিন্নানন্দ [illegible] মধ্যেও তিনি গ্রন্থ লিখিতে সময় পাইয়াছিলেন। তৎকর্ত্তৃক যে সকল গ্রন্থ [illegible] ও [illegible] লিখিত হইয়াছিল এবং যাহা [illegible] এক্ষণ

সে সমস্তই নিতান্ত মহোপকারক। তিনি ঋক্‌ ও সামবেদের টীকা করেন; ব্যবহার বিষয়ক এক খানি গ্রন্থ লিখিয়া গিয়াছেন, পাণিনি ব্যাকরণের টীকা এবং সর্ব্বদর্শন সংগ্রহ নামক সমস্ত হিন্দু দর্শনের সার গ্রহণ করিয়া এক খানি গ্রন্থ প্রণয়ন করিয়াছেন এতদ্ভিন্ন তিনি পণ্ডিত মণ্ডলীর প্রচুর রূপে উৎসাহ প্রদান করিয়াছিলেন। তাঁহার কালে সংস্কৃত বিদ্যার পুনর্জ্জীবন সঞ্চার হয়। এস্থলে ইহাও অবগত হওয়া আবশ্যক যে এই সময়ে (১৪৫০ খৃঃ অব্দে) ইউরোপে সাহিত্যের আলোচনার পুনরারম্ভ হয়। কিন্তু ভারতবর্ষ অপেক্ষা ইউরোপের সমধিক উপকার হয়। তাহার হেতু এই যে, ভারতবর্ষে বিদ্যাচর্চ্চার পুনরারম্ভ হইলে পর সেই পুরাতন বিষয়েরই আন্দোলন হইয়াছিল; কোন নূতন ভাবের সমাগম হয় নাই। সুতরাং কোন অভিনব বিষয়ের আবিষ্কার না হইয়া কেবল সেই পুরাতন বিষয় এক নূতন রূপ মাত্র ধারণ করিয়াছিল। ইউরোপে বিদ্যাচর্চ্চার সঙ্গে নূতন বিষয়ের ক্রমশঃ সমাগম হইয়াছিল। তাহাদিগের বিদ্যা গ্রীস, ইজিপ্ট, পেলেষ্টিন এবং বোগদাদ নগর হইতে অংশে অংশে নীত হইয়াছিল। বার্ত্তাশাস্ত্রে কথিত আছে যে, কোন জাতির ধন কেবল দেশীয় উৎকৃষ্ট সামগ্রীর বিক্রয়ে এবং অন্যদেশে প্রেরণে বৃদ্ধি হয় না। অপরদেশীয় উৎপাদিত সামগ্রী স্বদেশে আনয়ন করিতে হয়। বিদ্যাবিষয়েও সেইরূপ। কেবল স্বদেশীয় পুরাতন ভাব সমূহের আলোচনা করিলে বিদ্যার প্রচুর পরিমাণে বৃদ্ধি হয় না। অপরদেশীয় নব নব উৎকৃষ্ট ভাব স্বদেশীয় বিদ্যায় সংযোগ করিতে হয়, তাহা হইলে স্বদেশীয় এবং অন্যদেশীয় অভিনব ভাব একত্র হইয়া তাহার এক নূতন রূপ হয়। অতএব বিদ্যাচর্চ্চার পুনঃসংস্কার করিবার জন্য দেশীয় পুরাতন বিদ্যা ও ইউরোপীয় অভিনব বিজ্ঞান শাস্ত্র সমস্ত সংশ্লিষ্ট করিয়া নূতন তত্ত্বের উদ্ভাবন বিষয়ে অনুরক্ত যুবক দিগের সর্ব্বান্তঃকরণে অভিনিবিষ্ট হইয়া নিতান্ত যত্ন ও অত্যন্ত পরিশ্রম করা কর্ত্তব্য। তৎপরে হিন্দু দর্শন বিষয়ের প্রস্তাবের কিয়দংশ পাঠ হইল।

প্রস্তাব পাঠ সমাপন হইলে বাবু কালীকৃষ্ণ ... একটু বক্তৃতা করিলেন, তৎপরে ... ঐ বিষয়ে কিছু বলিয়া সভা ভঙ্গ হয়।

শ্রীরামচন্দ্র হাজরা
সাং কালীঘাট

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক
মহাশয় সমীপেষু।

দয়া আমাদিগের স্বাভাবিক বৃত্তি, এই স্বাভাবিক বৃত্তির অনুগামী হইয়া আমরা ক্ষুধার্ত্তকে অন্ন, পিপাসুকে জল এবং বিপন্নকে আশ্রয় প্রদান করিয়া থাকি। মনুষ্য মণ্ডলীর মধ্যে নানা প্রকার ধর্ম্ম এবং বহুবিধ সম্প্রদায় আছে, কিন্তু এমত কোন ধর্ম্ম বা সম্প্রদায় নাই যে দরিদ্রকে সাহায্য না করা যাহার উপদেশ। যে যে প্রকার ধর্ম্মের লোক হউক না কেন, তাহার কিঞ্চিৎ দান আছেই আছে, এমন কি ভিক্ষুক ভিক্ষা দ্বারা উপার্জ্জিত ধন বা সামগ্রীও অন্য দরিদ্রকে দিয়া সাহায্য করিতেছে। অতএব পরের দুঃখ নিবারণ যে মনুষ্যের স্বাভাবিক ধর্ম্ম তাহাতে কোন সন্দেহ নাই এবং এই বিষয় লইয়াও কোন বিবাদ হইতেছে না। একণে জিজ্ঞাস্য এই যে কি প্রকারে দান করিলে যথার্থ দুঃখিদিগের প্রকৃত উপকার হয়? এই প্রশ্ন শুনিতে অতি সামান্য, কিন্তু বিজ্ঞ ব্যক্তিকে ইহার উত্তর প্রদান করিতে হইলে তাঁহাকে যে কত চিন্তা করিতে হয় তাহা তিনিই জানেন।

একণে হিন্দু সমাজের মধ্যে দুই প্রকার লোক আছে, শাস্ত্রপ্রিয় প্রাচীনহিন্দু এবং সুশিক্ষিত ও কুসংস্কার বর্জ্জিত নব্য সম্প্রদায়। প্রথমোক্ত ব্যক্তিরা শাস্ত্রের দাস হইয়া কেবল ব্রাহ্মণ সেবাই প্রকৃত ধর্ম্ম বলিয়া জানেন, অন্য জাতীয় লোককে ধনদান করিলে ব্রাহ্মণকে ধনদানের তুল্য ফল নাই এই তাঁহাদিগের সিদ্ধান্ত, কিন্তু শেষোক্ত বুদ্ধিমান ধীরেরা সকল মনুষ্যই করুণাময় জগদীশ্বরের পুত্র, সকলের সহিতই আমাদিগের ভ্রাতৃ সম্বন্ধ, চণ্ডাল একজন আমাদিগের যেমন আত্মীয়, ব্রাহ্মণ তাহা অপেক্ষা অধিকতর আত্মীয় নহে ইহা জানিয়া কেবল যথার্থ দরিদ্র, যথার্থ অনাথ এবং যথার্থ বিপন্নকে রক্ষা করেন, কে জানে সে ব্যক্তি ব্রাহ্মণ বা ক্ষত্রিয় শূদ্র বা যবন! কিন্তু এই নব্য সম্প্রদায়েরও এই বিষয়ে আমি তাদৃশ মনোযোগ দেখিতেছি না। এই দানক্রিয়া একাকী অপেক্ষা অন্যের সহিত মিলিত হইয়া করিলে যে বিশেষ উপকার হয় তাহা এখনও তাঁহাদিগের হৃদয়ঙ্গম হয় নাই। আপনার আপনার সম্মুখে দরিদ্র পড়িলে সকলেই সাধ্যানুসারে তাহাকে দান করিয়া থাকেন বটে, কিন্তু ইহা অপেক্ষা সাধারণ ধন হইতে দানক্রিয়া চলিলে কি অধিকতর শুভকর ফল উৎপন্ন হয় না?

এরূপ অনেক ব্যক্তি আছে যে তাহাদিগের পরিশ্রমের শক্তি এক বারেই যায় নাই। তাহারা দিবসের ১২ ঘণ্টা পরিশ্রম করিতে পারে না কিন্তু দুই ঘণ্টা কাল যে কোন এক কর্ম্ম করিতে পারে, কিন্তু এমত ব্যক্তিদিগকে কে কর্ম্মে নিযুক্ত করে, সুতরাং তাহারা কিঞ্চিৎ পরিশ্রমশক্তি থাকিতেও কার্য্যাভাবে পরাধীন ভিক্ষুক হইয়া পড়ে। এমত অনেক ভদ্র পরিবার আছে, যাহার কর্ত্তা লোকান্তরিত হওয়াতে তাহার সন্তান সন্ততি একবারে দারিদ্র্য দুঃখে পতিত হয়। অনেক লোককে এরূপ দেখা যাইতেছে যে তাহারা ব্যবসায়ী লোক হইয়াও মূলধনের অভাবে ব্যবসায় চালাইতে না পারিয়া স্ত্রী পুত্র, কন্যাদিগকে ভরণ পোষণ করিতে অক্ষম হইয়া নিতান্ত কষ্টে কাল যাপন করিতেছে। এই সকল ব্যাপার কি ভয়ঙ্কর নহে? ইহা স্মরণ করিয়া আমাদিগের মনে কি দুঃখ হয় না? ম্যাঞ্চেষ্টারের মজুরদিগের কর্ম্মাভাব হওয়াতে অন্নাভাবে মহা ক্লেশ হইতেছে অতএব তাহাদিগকে এক্ষণে আমাদের সাহায্য করা উচিত, এই কথা শ্রবণ করিয়া আমরা সকলেই যথাসাধ্য দান দ্বারা ... করিতেছি, উত্তম, ইহা না করিলে মনুষ্যত্ব রক্ষা হয় না, কিন্তু ম্যাঞ্চেষ্টারের মজুরদিগের ন্যায় অন্নাভাবে আমাদের দেশের যে কত লোক যাবজ্জীবন দিনপাত করিতেছে তাহার কি ... আছে? এখানে দান করা উচিত নহে কিন্তু ... বলিলেও মনের ক্ষোভ যায় না। বিলাতি বলিয়া কি এত আদর?

এক্ষণে আমার এত লিখিবার উদ্দেশ্য ... মহাশয় এই প্রশ্ন করিতে পারেন। আমার ... প্রায় বিদ্যোৎসাহী মহাশয়গণ যে রূপ ঐক্য হইয়া গ্রামে গ্রামে চাঁদা করিয়া এবং গবর্ণমেণ্টের সাহায্য লইয়া বিদ্যালয় স্থাপন করিতেছেন, ধর্ম্মসভা সমূহ যেরূপ সত্যধর্ম্ম প্রচারের জন্য কায়মনোবাক্যে চেষ্টা করিয়া ব্রাহ্ম সমাজ স্থাপন করিতেছেন, সেইরূপ ভিন্ন ভিন্ন স্থানে দয়ার্দ্রচিত্ত সাধু মহাশয়গণ (বিশেষতঃ ... অধিকারিগণ) পরস্পরের সাহায্য মূল ধন সংগ্রহ করিয়া প্রকৃত প্রকারে দরিদ্র দুঃখ মোচন করুন। কতকগুলি বুদ্ধিমান সচ্চরিত্র সাধু ... রিলিফ ফণ্ড সোসাইটীর মেম্বর হউন, এক জন সেক্রেটারি হউন, এবং এক এক গ্রামে এক এক জন পরিদর্শক রূপে থাকিয়া তত্রত্য লোকের ... সভার জ্ঞাপন করিয়া সাহায্য প্রার্থনা করুন। যে কোন পরিবারকে ৪। ৫ বা ১০ টাকা করিয়া মাসে মাসে দিলে তাহারা স্বচ্ছন্দে কাল যাপন করিতে পারে তাহাদিগকে তাহাই দেওয়া হউক। যে ব্যক্তি পুঁজির অভাবে কোন কারবার চালাইয়া দিনপাত করিতে পারিতেছে না, ... উল্লিখিত সাধারণ রিলিফ ফণ্ড হইতে পুঁজি দেওয়া হউক, এই রূপ যাহার যাহা অভাব তাহাকে তাহা বিবেচনা ও সুশৃঙ্খলা পূর্ব্বক প্রদান করা হউক। চাঁদা দ্বারা যে মূল ধন সংগৃহীত হইবে তাহা কোন ব্যাঙ্কে জমা না রাখিয়া তাহা হইতে কোন কারবার চালাইলে তদ্দ্বারা অনেক ... প্রতিপালন হইতে পারে। এইরূপ স্থানে রিলিফ ফণ্ড সোসাইটি হইলে পর ... লোকের দুঃখরাশি বিলক্ষণ খর্ব্ব হইবে এবং ইহা হওয়াও দুঃসাধ্য নহে যে ... সকলে আপন আপন দান একত্রিত করিলে প্রস্তাবিত বিষয় সম্পন্ন হইতে পারে ইতি।

২৬এ ফেব্রুয়ারি।
১৮৬৩ সাল।

একান্তবশম্বদ
শ্রীরাধাগোবিন্দ চন্দ্র

সোমপ্রকাশ সম্পাদক

মহাশয় সমীপেষু।

গুরু ট্রেনিং স্কুল।

উপরি লিখিত শিরোনাম দিয়া ১২ই কা-র্ত্তিকের সোমপ্রকাশে আপনি একটী উত্তম প্রবন্ধ লিখিয়াছেন। ঐ প্রবন্ধ পাঠ করিলে শিক্ষা সং-ক্রান্ত কার্য্যে গবর্ণমেন্টের কিরূপ অভিপ্রায়, তাঁহারা প্রজাদিগকে কিরূপ শিক্ষা দানে উদ্যত হইয়াছেন এবং কিরূপ শিক্ষা দেওয়াই বা উচিত ইত্যাদি নানা বিষয় জানিতে পারা যায় এবং তৎসম্বন্ধে আপনি যে সকল মত বিন্যাস করিয়াছেন তাহাও যুক্তিযুক্ত ও সারবৎ বলিয়া হৃদয়ঙ্গম হয়, কিন্তু আপনি গুরু ট্রেনিং স্কুল অবলম্বন করিয়া যেরূপ আক্ষেপ করিয়াছেন সেরূপ আক্ষেপ করিবার কোন প্রকৃত বিষয় আছে কি না তদ্বিষয়ের বিবেচনা করাই আমার এই পত্রের মুখ্য উদ্দেশ্য।

আপনি লিখিয়াছেন "প্রাচীন তন্ত্রের গুরু মহাশয়দিগের দ্বারা প্রকৃত শিক্ষা দান কার্য্য ... [illegible] সম্পাদিত নয়" এবং "এক বৎসরের মধ্যে শিক্ষা করা দূরে থাকুক পাঁচ বৎসরেও বর্ত্তমান গুরুমহাশয়দিগের বাঙ্গলা ভাষা ভাল রূপে শিক্ষা করিবার সম্ভাবনা নাই" একথা যথার্থ তাহার সন্দেহ নাই এবং আপনার প্রবন্ধ মধ্যে দেখা যাইতেছে আপনি ঐ ভিত্তির উপরেই নির্ভর করিয়া প্রবন্ধের অধিকাংশ রচনা করিয়াছেন। কিন্তু আপনার ভিত্তিটী তা-দৃশ দৃঢ় হইতেছে না। আপনি বোধ করিতেছেন যে, প্রাচীন পাকড়ী বাঁধা গুরুমহাশয়েরাই বেত ও ছুড়ি ত্যাগ করিয়া গুরু ট্রেনিং স্কুলে অধ্যয়ন করিতে আরম্ভ করিয়াছে। কিন্তু বাস্তবিক তাহা নহে। নর্ম্মাল স্কুলে যেরূপ ছাত্রেরা প্রবিষ্ট হয়, ইহার অধিকাংশই প্রায় সেইরূপ ছাত্র, ইহাদের অধিকাংশেরই বয়ঃক্রম ... ১৭ হইতে ৩০। ৩২ পর্য্যন্তের মধ্যে এবং ইহারা অনেকেই অর্দ্ধ শিক্ষিত ... ও সাহায্য ... বিদ্যালয় প্রভৃতিতে বাঙ্গালা ভাষা কিঞ্চিৎ কিঞ্চিৎ শিক্ষা করিয়াছে। তন্মধ্যে কয়েকটী প্রকৃত গুরুমহাশয় (যাহাদের পাঠশালা ছিল) আছে বটে কিন্তু তাহারাও এতাদৃশ পুঁজিহীন নয় যে তাহাদের গুরু আখ্যা ত্যাগ করিতে পারে না। ফলতঃ প্রাচীন তন্ত্রের গুরু মহাশয়দিগের দ্বারা ভাল কাজ হয় না বলিয়া আপনার (আপনারই বা কেন সচেতন ব্যক্তি মাত্রেরই) যে সংস্কার আছে গুরু ট্রেনিংএর কার্য্য সে সংস্কারের প্রতিবাদ করিতেছে না।

অল্প ব্যয়ে অধিক লোককে শিক্ষা দিবার গবর্ণমেন্টের যে ইচ্ছা হইয়াছে এবং সেই ইচ্ছা ... অনেক কার্য্য উৎকৃষ্ট হইতে ... কথারই বা কে অপলাপ করিবে? কিন্তু ট্রেনিং স্কুল সম্বন্ধে আপনার সেই কথা সম্যক যুক্তিযুক্ত হইতেছে না। কারণ বিবেচনা করুন, আপনিই লিখিয়াছেন "ঐ ৩০০০০ টাকা সাহায্য ... কার্য্যে অথবা নর্ম্মাল স্কুলে ব্যয়িত হইলে অধিকতর উপকার দর্শিত সন্দেহ নাই।" এস্থলে আমার জিজ্ঞাস্য এই যে ট্রেনিংএর ছাত্রেরা গ্রামে গ্রামে পাঠশালা করিয়া উত্তমরূপে তা-হার কার্য্য নির্ব্বাহ করিতে পারিলে গবর্ণমেন্ট তাহাদিগকে মাসিক ৫ টাকা করিয়া প্রদান করিবেন, ইহা কি সাহায্যরূপে দান ভিন্ন আর কিছু নহে? না ঐ সকল পাঠশালার ছাত্রেরা সাহায্যকৃত স্কুলের ছাত্রদিগের ন্যায় শিক্ষা লাভ করিবে না? আমার মতে ঐ ৫ টাকাকেই সাহায্য দান এবং ঐ সকল পাঠশালাকেই ক্ষুদ্র সাহায্যকৃত স্কুল বলা যাইতে পারিবে, তবে ঐ সাহায্য অত অল্প না হইয়া আরও কিছু অধিক হইলে ভাল হইত একথাও অবশ্য স্বীকার্য্য কিন্তু তাহা হয় নাই বলিয়াই যে, প্রণালীটিই একেবারে নিতান্ত ভ্রান্তিসঙ্কুল হইয়াছে তাহা কোন মতে স্বীকার করা যায় না। তদ্ভিন্ন আপনি লিখিয়াছেন যে ঐ টাকা নর্ম্মাল স্কুলে ব্যয়িত হইলে অধিক উপকার দর্শিত। কিন্তু এস্থলে এই প্রশ্ন উত্থিত হইতেছে যে নর্ম্মাল স্কুল ও গুরু ট্রেনিং স্কুল ইহারা কি সম্পূর্ণরূপ পৃথক পদার্থ? তবে গবর্ণমেন্ট গুরু ট্রেনিংএর নর্ম্মাল নাম প্রদান করিলে বোধ হয় আর কোন রূপ আপত্তি উত্থিত হইত না। কারণ পূর্ব্বেই উক্ত হইয়াছে যে নর্ম্মাল স্কুল সকল যেরূপ উপাদানে নির্ম্মিত হইয়া থাকে ট্রেনিং স্কুল সকলও সেইরূপ উপাদানে নির্ম্মিত হইতেছে, নর্ম্মাল স্কুলের ভূতপূর্ব্ব শিক্ষকেরাই ট্রেনিংএর শিক্ষকতা কার্য্যে নিযুক্ত হইয়াছেন এবং নর্ম্মালে যে সকল বাঙ্গালা পুস্তক অধ্যাপিত হইয়া থাকে। ট্রেনিংএ তাহারই কতিপয় অংশ অধ্যাপিত হইবার কল্পনা হইয়াছে। তবে নর্ম্মালে সংস্কৃত গণিত প্রভৃতি যে সকল বিষয় অধিক দূর পর্য্যন্ত পঠিত হয় ট্রেনিংএ তাহা হইবে না। যদিও শিক্ষকের পক্ষে যত অধিক জানা থাকে ততই ভাল, তথাপি বিশেষ বিবেচনা করিয়া দেখিলে বিলক্ষণ বোধ হইবে যে সামান্য স্কুলের শিক্ষকদিগেরও সকল বিষয় না জানা থাকিলেও বিশেষ কার্য্য হানি হয় না।

২৩৫

ট্রেনিং স্কুলের কাল নিয়মের প্রতি কটাক্ষ করিয়া আপনি যে কথা বলিয়াছেন তাহা অব-শ্য শিরোধার্য্য। ট্রেনিং ছাত্রদিগের এক বৎসর মাত্র পাঠ কাল নিয়ম করা সম্যক যুক্তিযুক্ত হয় নাই। ঐ কাল অন্ততঃ দুই বৎসর করিয়া দিলে ভাল হইত। কিন্তু ঐ বিষয়ের সোমপ্রকাশেরই প্রথম পৃষ্ঠস্থ 'যখন যে বিষয় নূতন হয়, এক কালে তাহার সমুদায় দোষ সংশোধিত হয় না, ক্রমেই শোধিত হইয়া থাকে।' এই মহাবাক্যই ও বিষয়ের এক প্রকার উত্তর প্রদান করিতেছে। ট্রেনিং স্কুলে অল্পকাল নিয়ম করাতে গবর্ণ-মেন্টের যে দোষ হইয়াছে ক্রমে ক্রমে যে সং-শোধিত হইবে তাহারই বা অসম্ভাবনা কি? নর্ম্মাল স্কুলও যখন প্রথমে স্থাপিত হইয়াছিল তখন যে কত কাল ছাত্রেরা তথায় অধ্যয়ন ক-রিয়া পণ্ডিত হইয়া বহির্গত হইত তাহা বোধ হয় অনেকেরই বিদিত আছে। অতএব যদি তখন বৈষম্যজ্ঞ এভাবে নর্ম্মাল স্কুলের অর্দ্ধ অঙ্গের ন্যায় কার্য্যকারিতা জন্মিয়া থাকে তবে এক্ষণও ট্রেনিং স্কুলের সেইরূপ উৎকর্ষ ... হিবার কি বাধা আছে।

পরিশেষে আর একটি কথা বলিয়া ... সমাপন করিতেছি যে, ট্রেনিংএর ছাত্রদিগের নিকট কৃষক সন্তানেরাই পড়ুক আর ... লোকেরাই বা পড়ুক কাহারও, বোধ হয় ... হইবার সম্ভাবনা নাই। তবে ... নামের উপর যদি কাহারও ... তজ্জন্য আমি গবর্ণমেন্টের নিকট প্রার্থনা ... তেছি যে তাঁহারা অন্ততঃ আপনাদিগের ... উঁহাদের নিমিত্ত গুরু ট্রেনিংএর পরিবর্ত্তে নর্ম্মাল স্কুল এবং তৎপর ছাত্রদিগের ... নামের পরিবর্ত্তে পণ্ডিত মহাশয় নাম ... করুন ইতি।

কস্যচিৎ

গুরুট্রেনিং পাঠার্থিনঃ

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু।

সম্পাদক মহাশয়! আপনি কোন দিন ... কোন দিন যাহা লিখেন দেখিতেছি। আপ-নার যে পত্রিকাতে ইউরোপীয়দের বিদ্যা... পাঠ না করি, সে পত্রিকা পত্রিকাই নহে। ... আপনি কি ক্ষেপিয়াছেন নাকি? না আপনা-কে ভূতে পাইয়াছে? এ দুর্ব্বুদ্ধি কেন? ইউরো-পীয়দের নিন্দাবাদ! এত বড় সাহস! আপনি কি অবগত নহেন যে, পূর্ব্বে ... বিশেষকে ... কেহ কিছু বলিলে ... সংবাদ নিধন কি ... হইবেন। ... ... কোন কথা বলিলে ... হইতে পারে। আপনি ... লিখিয়াছেন তাহার ত আর কথাই নাই, ... তে আর এরূপ করিবেন না। এত ... বার উপর বাধা আছে যে, ... পীয় (মিছুর হইলেও) ... কি কোন কথা প্রয়োগ ... করিতেছি, আপনি ... দের শাস্ত্রে যে, ... বর্ণিত আছে তাহা কি ... আপনি দেশের এক জন ... আপনি কিছু দিন ... থাকিলে ... অনেক উপকার দর্শিবে। ... চেষ্টা করিতে-ছি। আমার বোধ হইতেছে যে ... উপরোক্ত কেবল আপনার ... এত কিছুই লাভ দর্শিত হইতেছে। আচ্ছা আমরা একটী ম... কথার দৃষ্টান্ত প্রদান করিতেছি, এতেও যদি কিছু ... হয়। সকল স্থানের বিচারপতির বিচারের কথা ত আপনার পত্রিকায় একটি ... হইতে দেখিতেছি, আপনি দয়া করিয়া বল-দেখি আমাদের মেদিনীপুরের কোন বিচা... র কথা কখন আপনার কি অন্য কোন প... প্রকাশিত হইতে দেখিয়াছেন ... ... লোক কেমন বলিতে ... সম্প্রতি আমাদের ... মাজিষ্ট্রেট ... যেরূপ ... বিচার ... তেছেন, তাহার কিছু না বলিয়া আপনা

.বাধ দিতে পারিলাম না। এখানে প্রস্তর ও কঙ্কর অধিক থাকায় সচরাচর জুতায় প্রেক দি বাল না বাঁধাইলে চলে না। কয়েক দিন হইল ইট সাহেবের কাছারির ভিতর দুই জন মাস্তারের ঐ রূপ জুতার ঠক ঠক শব্দ হওয়ায় ইউরোপীয় হলে টেরটা পেতেন) তাহাদি-কে ৫। ৫ টাকা জরিমানা অভাবে এক এক প্তাহ কয়েদের হুকুম দিয়াছেন। আমার নাহার বলিতে পারি না। কাছারি বা বৈঠক-, গুরুতর পাপ না হইলে সেখানে কেহ যায় । অনাকৃত অত্যাচার সহ্য করিতে না পা-রা দুঃখীলোকেরা সাহেবের নিকট দরখাস্ত রিলে অর্থাৎ বাক্স মধ্যে দিলে, সাহেব কিয়ৎ-ণ পরে দরখাস্তকারীকে ডুবাইয়া ডাকিয়া সে দি বাহিরে থাকে অথবা একটুকু অন্তরে থাকে বে তাহার যাইতে যাইতে অথবা উপস্থিত ইলেও দরখাস্ত ছিঁড়িয়া ফেলেন। সাহেব র্ব্বে ২।১ টার পর আসিতেন এখন ঠিক দশ-য় কাছারিতে আইসেন। কিন্তু যখন আগুন ঠি না হইলে আর কুঠিতে গমন করেন না। র্য্য থাকিতে ঘরে যাওয়া বোধ করি নিষেধ াছে। কিন্তু দিনের মধ্যে তিনবার খাইয়া কু-ঠিতে খানা খাইয়া আসা নিষেধ নাই। অন্য-য় একে শীতকাল তাতে বিহানে প্রস্তর দি-) শীতাধিক্য হইয়া থাকে, তাতে আবার ন দশটা হইতে রাত্রি ৮। ৯ টা পর্য্যন্ত অনা-রে ও অসময়ে বদ্ধে থাকা লোকের পক্ষে ড ক্লেশকর। মোক্তার ও আমলা মহাশয়েরা ককদের খানা খান, সোপারা এবং জলখা-র আনাইয়া থাকেন। গরিবের উপায় কি? ...র কথম্‌ মোকদ্দমা ধরিয়া বসেন এই আশা-ও ভয়ে তাহারা তীর্থকাকের ন্যায় দাঁড়িয়া াকে। সাহেবের মুখের ভাব দেখিলে যমকে নিতে হয়।

অধিকাংশ মোকদ্দমাই ডিস মিস। আর ক-থায় কথায় লোকের জরিমানা ও ধমকাধমকি। ন্য বিচারকেরা বিচার দ্বারা শাস্তি স্থাপন ক-রা থাকেন ইনি জরিমানার তাহা সারেন। ত ছোট ছোট, ইহা হইতে বড় বড় ঘটনা হইয়া াকে। কই এতে ত আমাদের এখানকার এক- ডিপুটিও অসন্তুষ্ট নহে? এমন কি আমাদের স্থানে বিচার কার্য্য একচেটিয়া হইয়া পড়িয়া-ছে। মাজিষ্ট্রেট সাহেব নূতন লোক। সেখানে আমাদের কত দরদান্ত। এতেও যদি আপনার কিছু জ্ঞান না হয়, তবে পুনরায় বাহিরা বাহিরে। কমওয়ারি বিচারকদিগের গুণ ব্যাখ্যা ও আ-...দের সহিষ্ণুতা ব্যক্ত করিব।

২। গত সোমবার এক জন গাড়োয়ান থা-...র উপর একটী বৃহৎ কাষ্ঠ উত্তোলন করিতে-ছিল, হঠাৎ তাহা পড়িয়া তাহার মস্তকোপরি তাতে মস্তক চূর্ণ হইয়া সে প্রাণ ত্যাগ করি য়াছে। নিবেদন ইতি।

১৮৬৩। ২২এ ফেব্রুয়ারি। একাত্মবাদী
মেদিনীপুর।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয় সমীপেষু।

গত ২৮এ মাঘের সোমপ্রকাশে প্রকাশিত হইয়াছে যে "লাক্ষোমাধারের দুর্ভিক্ষ দূরীকরণার্থ বারুইপুরে একটী সভা হয় এবং উক্ত সভায় বাবু রাজকুমার রায় চৌধুরী এক শত টাকা স্বাক্ষরিত করেন।" যে ব্যক্তি আপনার সমীপে ঐরূপ প্রেরিত প্রেরণ করিয়াছেন, বোধ হয় তিনি রাজকুমার বাবুর বিশেষ অনুগ্রহ পাত্র হইবার জন্য, ঐরূপ লিখিয়াছেন। বারুইপুর বাসী সকলেই ইহা সবিশেষ জ্ঞাত আছেন যে, রাজকুমার বাবু ১০০ টাকা প্রদান করেন নাই। তিনি সভা দিবসে সে স্থলে উপস্থিতই ছিলেন না। অতএব এরূপ মিথ্যা সংবাদ জনসমাজে প্রচার করাতে উক্ত পত্র প্রেরকের কেবল মিথ্যা বাদিতা প্রকাশ পাইতেছে সন্দেহ নাই। যে কয়েক জন মহাশয় ব্যক্তি "লাক্ষোমাধারের দুর্দ্দশাপন্ন" মনুষ্যদিগের দুঃখ মোচনার্থ অর্থ প্রদান করিয়াছেন, তাঁহাদিগের নাম ২২ এ মাঘের পরিশিষ্টে প্রকাশ হইয়াছে; আপনি কি উক্ত দিবসের পরিশিষ্ট দৃষ্টি করেন নাই? অথবা পরিশিষ্টের সংবাদ দাতাকে মিথ্যাবাদী বিবেচনা করিয়াছেন? যাহা হউক, এক্ষণে আপনার সংবাদ দাতার মিথ্যাবাদিতার প্রমাণ স্বরূপ (১) সেই সকল ব্যক্তির নাম নিম্নে প্রকাশ করা যাইতেছে যথা—

শ্রীযুক্ত বাবু সদানন্দ রায় চৌধুরী	বারুইপুর	১০০
" " কৃষ্ণমোহন মিত্র	জয়নগর	১০০
" " হরিদাস দত্ত	মজীলপুর	১০০
" " নবীনচন্দ্র ঘোষ	হরিনাভি	২৫
" " প্যারীচরণ বিশ্বাস	গোবিন্দপুর	২৫
" " কেশবচন্দ্র রায় চৌধুরী	রাজপুর	১৬

সন ১২৬৯ সাল। ৯ই ফাল্গুন
কস্যচিৎ বারুইপুর নিবাসিনঃ

(১) আমরা সবিশেষ অনুসন্ধান করিয়া জানিলাম, যিনি আমাদিগকে পূর্ব্বে সংবাদ দেন, তাহার বালকতা প্রকাশ করা হইয়াছে। সম্প্রতি পত্রপ্রেরকের একটী বিষয় বিশেষ করিয়া না লেখা ভাল হয় নাই। শ্রীযুক্ত বাবু সদানন্দ রায় চৌধুরী যদি সরকারী টাকা হইতে দিয়া থাকেন, তাহাতে রাজকুমার বাবুর অংশ আছে। স

প্রাপ্ত মূল্য।

শ্রীযুক্ত বাবু হরিকৃষ্ণ মল্লিক   বেহারের পথ
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ শ্রাবণ পর্য্যন্ত

" " নীলকমল বসাক   ...
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ বৈশাখ পর্য্যন্ত
" " টমস ব্রুক লম্বা   ভগবান গো...
১২৬৯ পৌষ হইতে ৭০ অগ্রহায়ণ পর্য্যন্ত
" " [illegible] চক্রবর্ত্তী   ...
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ শ্রাবণ পর্য্যন্ত
" " রেবরেণ্ড সেমুএল ডাইসন সা...
কৃষ্ণনগ...
১২৭০ বৈশাখ হইতে চৈত্র পর্য্যন্ত   ১৩...
" " প্রমথনাথ তর্কবাগীশ   মেদিনীপু...
১২৬৯ শ্রাবণ হইতে পৌষ পর্য্যন্ত

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটী বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে মফস্বলে সোমপ্রকাশ প্রেরণ করা যায় না।

ইহার অগ্রিম মূল্য বার্ষিক ১০ এবং ষাণ্মাসিক ৫। টাকা, ছয় মাসের ন্যূনে মূল্য লওয়া যায় না।

যাঁহারা সোমপ্রকাশের মূল্য ডাক টিকিটে পাঠান তাঁহারা এক অথবা অর্দ্ধ আনার অধিক মূল্যের ও রসীদের টিকিট না প্রেরণ করেন।

যখন যিনি মফস্বল হইতে সোমপ্রকাশের মূল্য পাঠাইবেন তাহা যেন রেজিষ্টরি করিয়া দেন।

পূর্ব্বপ্রদত্ত মূল্যের কাল অতীত হইলে মূল্য পাঠাইতে কেহ যেন অযথা বিলম্ব না করেন।

যাঁহাদিগের মূল্য দিবার সময় অতীত হইয়া যাইবে, সপ্তাহমত সময় প্রতীক্ষা করিয়া প্রথমে সোমপ্রকাশে প্রচার করিয়া তাঁহাদিগকে পত্র চিঠি লিখিয়া জানান হইবে, যদি তাহাতে কোন উত্তর অথবা মূল্য না পাওয়া যায় কাগজ বন্ধ হইবে। মূল্যের নিমিত্ত চিঠি বেয়ারিং পাঠান হইবে। কলিকাতা সংস্কৃত... লোকে আমাদিগের নামে চিঠি পাঠাইলে আমরা পাইব।

যাঁহারা যখন সোমপ্রকাশ পরিত্যাগ করিবার ইচ্ছা হইবে চিঠি লিখিয়া না জানাইলে তাহা গ্রাহ্য করা যাইবে না।

কেহ সোমপ্রকাশে বিজ্ঞাপন দিতে ইচ্ছা করিলে তাঁহাকে প্রথম বার প্রতি পংক্তি ... আনা দ্বিতীয় বার /১০ আনা তৃতীয় বার ... আনা দিতে হইবে। তাহার পর ১২৮০ টা... কমিসন বাদ দেওয়া যাইবে।

মফস্বলের যাঁহারা গ্রাহক হইবেন, তাঁহাদিগের স্বতন্ত্র ডাকমাশুল দিতে হইবে।

এই পত্র কলিকাতার পূর্ব্ব চাঙ্গড়িপোতা সোমবারে ... মাসিক তৌজির দক্ষিণ চাঙ্গড়িপোতায় ... বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার প্রকাশিত হ...

সোমপ্রকাশ

২৩৭

[illegible] পার্থিবঃ সরস্বতী [illegible] ন [illegible]।

৫ ভাগ। ১৭ সংখ্যা। | সন ১২৬৯। ১৭এ ফাল্গুন। ইং ১৮৬৩। ২ মার্চ্চ | মাসিক মূল্য ১ বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশের অবয়ব বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞাপন।

আজি অবধি সোমপ্রকাশের আর এক [illegible]মা বৃদ্ধি হইল। অতঃপর যাঁহারা [illegible] [illegible]ক মূল্য দান করিবেন, তাঁহাদিগকে ৫।০ [illegible]ক্ষে পাঁচ টাকা দিতে হইবে, বার্ষিক [illegible] [illegible] মূল্য (১০ টাকা) অপরিবর্ত্তিত রহিল। [illegible]স্থলের গ্রাহকদিগকে স্বতন্ত্র ডাক মাশুল [illegible]তে হইবে। বার্ষিক ডাক মাশুল ৩।০ হয়, [illegible] যাঁহারা মূল্য প্রেরণ সংক্রান্ত চিঠি রে[illegible] [illegible]ষ্টরী করিয়া দিবেন, তাঁহারা তাহার ব্যয় [illegible]হি আনা) বাদ পাইবেন। যাঁহারা স্বত- [illegible] ডাক মাশুল দিতে অসমর্থ হইবেন, আনা[illegible] [illegible]বেন আমাদিগের বৎপ্রত্যয় হইলে তাঁহা- [illegible]দিগকে মাশুল দিতে হইবে না।

বিজ্ঞাপন।

ফরিদপুর জিলার অন্তঃপাতী বাটিকেমারি [illegible] [illegible]ক্ষেত্রপুর নামে যে পত্তনি তালুক আছে, [illegible] দরপত্তনি দেওয়া অথবা বিক্রয় করা [illegible]ইবে। যাঁহার সেই তালুক দরপত্তনি লই[illegible] [illegible] অথবা ক্রয় করিবার ইচ্ছা আছে তিনি [illegible] [illegible] জার্ডিন স্কিনর কোম্পানির নিক[illegible] [illegible] আবেদন করিলে সবিশেষ বৃত্তান্ত জানিতে [illegible]রিবেন।

বিজ্ঞাপন।

[illegible] রামবসু, হরু ঠাকুর, রাসু নৃসিংহ, গোঁজ[illegible] [illegible]বিবাজ, নিত্যানন্দ বৈরাগী, কৃষ্ণমোহন [illegible] ভট্টাচার্য্য প্রভৃতি প্রাচীন কবিওয়ালাদিগের [illegible] [illegible] [illegible] গানগুলি সংগৃহীত ও একত্রিত করিয়া মুদ্রিত করা গিয়াছে। পুস্তকের মূল্য ১ এক টাকা মাত্র।

কলিকাতা।

বহুবাজার ষ্ট্রীট ৭৬ নং বাটী।

শ্রীযদুগোপাল চট্টোপাধ্যায় এবং কোং

বিজ্ঞাপন।

মৃত মহাত্মা মদনমোহন তর্কালঙ্কার প্রণীত বাসবদত্তা গ্রন্থ কেহ ছাপাইতে পারিবেন না। কারণ উহাঁর পিতৃব্য ৺ রামরত্ন ভট্টাচার্য্য মহাশয়কে উক্ত পুস্তক তিনি দান করিয়াছেন। তৎসূত্রে আমরা তাঁহার পিতৃব্যের উত্তরাধিকারী বর্ত্তমান আছি। আমরা ভিন্ন বাসবদত্তার দান বিক্রয়ের স্বত্বাধিকার অন্য কাহারও নাই। অতএব শ্রীযুক্ত বাবু রামলাল সেন মহাশয় নিশ্চিন্ত হইন এই আমাদিগের অনুরোধ।

শ্রীরামলাল চট্টোপাধ্যায়

১২৬৯ ৯ ফাল্গুন কুমিল্লা

বিজ্ঞাপন।

ডাক্তর হানিগ বর্গর সাহেবের প্রসিদ্ধ ওলাউঠার ডিস্পেন্সরি এক্ষণে [illegible]তলা বাজারের উত্তরে সাহাজাদার মসজিদের নিজ পশ্চিমে কসাইটোলা ষ্ট্রিটের ৩৭ নং বাটীতে স্থাপিত হইয়াছে। যাহার ঔষধ কিম্বা ওলাউঠা রোগের চিকিৎসার প্রয়োজন হইবেক উক্ত বাটীতে আমার নিকট আইলে অথবা সংবাদ পাঠাইলে অবিলম্বে এবং অল্প মূল্যে ঔষধ চিকিৎসা ও ডাক্তর হানিগবর্গরের [illegible] [illegible]বের বহি পাইবেন ইতি

[illegible]

সোমপ্রকাশ।

১৭এ সোমবার।

কলিকাতা সংস্কৃত কালেজে [illegible] [illegible]শিক প্রভৃতি অধ্যয়ন করিতে [illegible] তাঁহাদিগকে এবিষয়ে বঞ্চিত করা [illegible] কেন? সম্প্রতি এই বিষয় লইয়া [illegible] উপস্থিত হইয়াছে। [illegible] গবর্ণর [illegible] [illegible]ও ইহার মীমাংসা করেন নাই। [illegible] একটী বিবেচনীয় বিষয় সন্দেহ নাই। [illegible] [illegible]র এক পক্ষে যুক্তি, আর এক পক্ষে [illegible]ন সংস্কার, এ উভয়ের বিরোধ হই[illegible] যুক্তি কাহাকে ও তি [illegible] [illegible] করিতে কহিতেছে [illegible] সংস্কার সকলকে [illegible] [illegible] তেছে না। [illegible] হলে [illegible] [illegible] কার? [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] পাওয়া [illegible] তেছে, তাহাকে [illegible] [illegible] [illegible] হই[illegible] [illegible] কোন [illegible] লক্ষিত হইতেছে না। বিশেষতঃ [illegible] [illegible]হার পূর্ব্বে কালেজের অধ্যক্ষ [illegible] তাঁহার কার্য্যও যুক্তিরই সপক্ষতা [illegible] তেছে।

প্রথম যখন সংস্কৃত কালেজ [illegible] হয়, তৎকালে ব্রাহ্মণ ও বৈদ্য ব্যতিরিক্ত

জাতিকে কালেজে গ্রহণ করিবার নি…ছিল না। অপর, তৎকালে অষ্টমী ও চতুর্দ্দশীতে কালেজ বন্ধ থাকিত। পশ্চাৎ …য় ও নবশাক গ্রহণ ও রবিবারে কালেজ বন্ধ থাকিবার অনুমতি হয়। এখন নিয়ম…প অর্গল ভগ্ন হইয়া দ্বার উদ্ঘাটিত হইয়াছে, তখন আর সেই দ্বার আংশিক রুদ্ধ করিয়া কতকগুলির প্রতি নৃশংস ব্যবহার কেন? এস্থলে ইহাও বিবেচনা করা আবশ্যক, শাস্ত্রে স্ত্রী ও শূদ্রের বেদপাঠ নিষেধ আছে, ব্যাকরণাদি বেদাঙ্গ বলিয়া তৎপাঠও প্রতিষিদ্ধ হইয়াছে। কিন্তু যখন সেই নিষেধ উল্লঙ্ঘন করিয়া কায়স্থ প্রভৃতিকে লওয়া হইল, তখন অন্যজাতিকে লওয়া না হয় কেন? শাস্ত্রকারেরা শূদ্রের পদ মর্য্যাদা অনুসারে নিষেধের ন্যূনাতিরেক করেন নাই। জলের এক হাত নীচে হউক, আর … হাত নীচে হউক, উভয় স্থলেই তুল্য রূপ প্রাণবিয়োগ সম্ভাবনা। যাহা হউক, … বণিক ও সূত্রধর প্রভৃতি কয়েকটী … লোক এক্ষণে উন্নতশীল হইয়াছে, তাহাদিগের প্রতি গবর্ণমেন্টের নিষ্কৃপ…্যা উচিত হয় না।

… কিছু দিন সম্পাদকেরা উত্তর পশ্চিমাঞ্চলের লেপ্টেনণ্ট গবর্ণর পদের প্রত্যক্ষ বিনিযোগ করিয়া আসিতেছিলেন। ইচ্ছা… কেহ বীডন সাহেবকে, কেহ হারিঙ্… সাহেবকে কেহবা …কে ঐ পদ দিতে উদ্যুক্ত হইয়াছিলেন। আমরা নিশ্চয় জানিলাম, ভারতবর্ষের প্রধান কৌন্সি… …ত সভ্য হারিঙ্… …ন উক্ত পদ প্রাপ্ত হইয়াছেন। …টন সাহেব এদেশে অনেক দিন …ছেন; এদেশের জল বায়ুর অনেক বিধ পরিবর্ত্ত নিরীক্ষণ করিয়াছেন; তাঁহার …ও বিলক্ষণ প্রতিষ্ঠা আছে। অতএব তাঁহাকে পুরস্কার স্বরূপ এই পদ দান করা গবর্ণমেন্টের উচিত বিবেচনা হইয়াছে সন্দেহ নাই।

কন্যা বিক্রয় নিষেধক একটী আইন হওয়া উচিত।

এদেশের উন্নতির অন্তরায় গণনা করিতে গেলে বহুবিবাহ প্রধান পদ লাভ করিবে সন্দেহ নাই। এই কুৎসিত প্রথা নিবন্ধন এদেশের যে যে অপকার হইতেছে, অনেকে অনেক বার তাহার গণনা করিয়াছেন, তাহা এক প্রকার পুরাতন হইয়া গিয়াছে, তদ্বিষয়ে আমাদিগের নূতন বক্তব্য নাই। বিদ্রোহ ঘটনার পূর্ব্বে এই জঘন্য প্রথার উন্মূলনার্থ এক বার চেষ্টা হইয়াছিল, কিন্তু তাহাতে ফলোদয় হয় নাই। সম্প্রতি এদেশীয় এক জন প্রধান সমাজ সংস্কারক পুনরায় এবিষয়ে হস্তক্ষেপ করিয়াছেন এবং ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার অন্যতর সভ্য এতৎসংক্রান্ত এক বিল ব্যবস্থাপক সভায় উপস্থাপিত করিবেন, অঙ্গীকার করিয়াছেন। আমাদিগের দেশের লোকেরা রাজসহায়তার অপেক্ষা না করিয়া স্বয়ং সমাজ দোষ সংশোধন করিবেন, আজিও এরূপ আশার অবকাশ হয় নাই। রাজবিধি দ্বারা বলপূর্ব্বকই ইহাঁদিগকে তদ্বিষয়ে প্রবর্ত্তিত করিতে হইবে। এবিষয়টী অন্য অন্য বিষয়ের ন্যায় ধর্ম্মসম্বদ্ধ নয়। অতএব ইহাতে হস্তক্ষেপ করিয়া সাধারণ প্রজার বিদ্বেষ ভাজন হইবার সম্ভাবনা নাই। বহু বিবাহ নিষিদ্ধ হইলে কেবল যে আমাদিগের সমাজ একটী মহত্তর অপকর্ষ হইতে মুক্ত হইবে এরূপ নয়, অনেকসংখ্য হতভাগা রমণী অসহ্য যন্ত্রণার হস্ত হইতে পরিত্রাণ পাইবেন সন্দেহ নাই। সেই যন্ত্রণা একবিধ ও একজাতীয় নহে। অনেকে এক কালে স্বামি সৌভাগ্য ও সংসার সুখে বঞ্চিত হয়, অনেকে চিত্ত দৌর্ব্বল্য হেতু আপনাকে ও পিতৃ কুলকে চির কলঙ্কিত করে। সেই সেই হতভাগ্যাদিগের জন্য পিতামাতাকে অসংখ্য ক্লেশ ভোগ করি… হয়। অদ্য আমাদিগের এবিষয়ের প্র… করিবার উদ্দেশ্য এই, এই সঙ্গে … কন্যা বিক্রয় নিষেধক একটী আইন … আবশ্যক।

বহু বিবাহের ন্যায় কন্যা বিক্রয়… য়েও রাজ হস্তক্ষেপ অবৈধ হইতেছে … সমাজের অনিষ্ট ও নিকর্ষকারিতা প… বহু বিবাহের ন্যায় ইহারও বিলক্ষণ …ক্ততা আছে। ইহা কেবল চিন্তামাত্র প্রসিদ্ধ নয়, এদেশীয় ভদ্রলোকদিগে… নিতান্ত বিদ্বিষ্ট। যে বিষয়ে অধিকা… লোকের ও ধর্ম্মের বিদ্বেষ আছে, তদ্বি… হস্তক্ষেপ করিবা বিরাগ ভাজন হইব… সম্ভাবনা কি? কন্যা বিক্রয়ের দোষ অ… গুণ নহে। প্রথম, পিতামাতা কন্যাকে অ… লোভে গো মেষ মহিষের ন্যায় বিক্র… করেন, কিন্তু সেই বিক্রয় যে কতদূর যু… সিদ্ধ, তাহা আমরা বুঝিতে পারিতে… না। দ্বিতীয়, পিতামাতার কন্যার উপ… প্রভুত্ব আছে যথার্থ বটে কিন্তু সেই প্র…ত্ব বলে এক স্বাধীন জীবকে স্বেচ্ছা… বিক্রয় করা কিরূপে সঙ্গত হইতে পারে… যাহারা কন্যা বিক্রয় করে, তাহাদিগের …রের রূপ, গুণ ও অর্থ সঙ্গতির বিষয় … বেচনা করা নাই, পরিণামে কন্যার … দশা হইবে, তাহাও এক বার বিবেচ… করা হয় না, যে অধিক টাকা দিতে পা… সেই বিক্রেতার প্রিয় পাত্র হয়। এক… প্রসিদ্ধ কথাই আছে, কন্যা বিক্রয়কারি… কন্যা কাঁদিলে তাহার এক তালুক … হইল, জ্ঞান হয়।

কন্যা বিক্রয়কারিরা সচরাচর যে …ল ব্যক্তির হস্তে কন্যা সমর্পণ করে, তা…র দুই একটী উদাহরণ প্রদর্শিত হই…কে, তদ্দ্বারাই ইহার অনর্থকারিতা … স্ফুট রূপে পাঠকগণের হৃদয়ঙ্গম হইবে… বোধ কর এক ব্যক্তির ৫ বিঘা মাত্র ক্ষেত্রের ভূমি ছিল। সে তাহা …

য়া বিবাহ করিল। তাহার যত উপার্জ্জন ক্ষমতা, বিদ্যা ও বুদ্ধি, এক ভূমি বিক্রয় দ্বারাই সে মনুষ্যত্বের পরিচয় হইল। তাহার নিজের উপার্জ্জন ক্ষমতা নাই, তাহার যে পৈতৃক সঞ্চিত যৎকিঞ্চিৎ অন্নের সংস্থান ছিল, তাহাও গেল। এখন সে কি রূপে আপনার ও পরিবারের প্রতি পালন করে? কিরূপেই বা তাহার সন্তান সন্ততির লেখা পড়া হয়? উহারা যে পরিণামে পরের গলগ্রহ হইয়া উঠিবে, তদ্বিষয়ে সন্দেহ কি? ফলতঃ এইরূপে যে বিবাহ নির্ব্বাহ হয়, তজ্জাত সন্তানগণের প্রায় লেখা পড়া হয় না। তাহারা পৈতৃক সম্পত্তির মধ্যে কেবল পিতার নিঃস্বতা ও মূর্খতার অধিকারী হয়। এতন্মূলক নিবিড় মূর্খতা অনেক গৃহকে অধিকার করিয়া আছে, দেখিতে পাওয়া যায়। এতদ্দ্বারা কি প্রতিপন্ন হইতেছে না যে কন্যা বিক্রয় কেবল কন্যার সাংসারিক সুখের কণ্টক নয়, সমাজেরও একটী বিষম কণ্টক স্বরূপ হইয়া আছে। যে কন্যা বিক্রীত হয়, সংসার ধর্ম্মে প্রবৃত্ত হইয়া প্রায় তাহাকে অনন্ত দুরবস্থা ভোগ করিতে হয়, বোধ হয়, অনেকে স্বচক্ষে ইহা দর্শন করিয়াছেন। ২৩৭

অপর, কন্যাবিক্রয় বার্ত্তাশাস্ত্রের এককান্ত অননুমোদিত। বার্ত্তাশাস্ত্র সকলকে শ্রম করিয়া জীবিকা অর্জ্জন করিতে কহে, কিন্তু কন্যা বিক্রয়কারির তাদৃশ জীবিকা অর্জ্জনে প্রয়োজন হয় না। কন্যাই তাহাদিগের জীবিকা, কন্যাই তাহাদিগের সম্বল। যে কন্যা বিক্রয়ের এত দোষ, তন্নিবারণার্থ রাজ বিধির দারুণ দণ্ডাবলম্বন কি আবশ্যক নয়? উপসংহার স্থলে আমরা ব্যবস্থাপকগণকে এই মাত্র অনুরোধ করিতেছি, তাঁহাদিগের কন্যা বিক্রয়ের অন্যান্য দোষানুসন্ধানে প্রয়োজন নাই, তাঁহারা কেবল এই বিষয়টী বিবেচনা করুন, পিতামাতার লোভ প্রবৃত্তির চরিতার্থতার নিমিত্ত কন্যার যাবজ্জীবন সাংসারিক সুখে বিসর্জ্জন হয় কেন? তাদৃশ কন্যাগণ আমাদিগের সমাজ সংস্কর্ত্তা ও ব্যবস্থাপকগণের কি কৃপার পাত্রী নহে? আমরা প্রতীক্ষা করিয়া রহিলাম, বহু বিবাহ বিলের পরেই যেন কন্যাবিক্রয় বিল ব্যবস্থাপক সভায় প্রবেশিত হয়।

ভারতবর্ষের শ্রীবৃদ্ধির প্রকৃত পথ কি?

আজি কালি "ভারতবর্ষে ভারতবর্ষ শাসন" ও "ভারতবর্ষের শ্রীবৃদ্ধি সাধন" এই দুটী মনোহর বাক্য অনুক্ষণ আমাদিগের শ্রবণ গোচর হইতেছে। অনেকে ব্যাধের মধুর সংগীত দ্বারা মৃগবশীকরণের ন্যায় এই দুই মনোহর বাক্যের পুনঃ পুনঃ উচ্চারণ দ্বারা লোককে মোহিত করিয়া স্বার্থ সাধন করিতেছেন। অধিক ক্ষোভের বিষয় এই, ভারতবর্ষের শ্রীবৃদ্ধি সাধনের প্রকৃত পথের আবিষ্করণে অল্প লোককে উন্মুখ দেখা যাইতেছে। ভারতবর্ষের শ্রীবৃদ্ধি সাধনের প্রকৃত পথ কি, তন্নির্ণয়ে প্রবৃত্ত হইতে হইলে, অগ্রে ভারতবর্ষ শব্দের অভিধেয় নির্ণয় আবশ্যক। এস্থলে ভারতবর্ষ শব্দে ভারতবর্ষ বাসী লোক বুঝাইতেছে। ভারতবর্ষে এক্ষণে অনেকবিধ লোকের বসতি হইয়াছে, সে সমুদায়ই ভারতবর্ষ শব্দের বাচ্য সন্দেহ নাই। কিন্তু যখন শ্রীবৃদ্ধির অন্বেষণ করা হইতেছে, তখন তাহাদিগের মধ্যে যাহাদিগের শ্রীবৃদ্ধির অল্পতা আছে, তাহারাই এস্থলে ঐ শব্দের মুখ্য অর্থ। এইরূপে মুখ্যার্থ গ্রহণ করিলে অগত্যা হিন্দু ও মুসলমানেরাই নিঃসংশয় শ্রীবৃদ্ধির লক্ষ্য হয়, ইউরোপীয ও আমেরিক প্রভৃতি লক্ষ্য হয় না। কারণ শেষোক্ত ব্যক্তিরা শ্রীবৃদ্ধি শোভিত হইয়া এদেশে আসিয়াছে, বিশেষতঃ এ দেশে তাহাদিগের ভাগ অতি অল্পমাত্র দৃষ্ট হয়। সেই অল্প সংখ্যা লোকের (৫০ বা ৬০ হাজারের) নিমিত্ত অধিকসংখ্যা লোকের (১৮কোটির) শ্রীবৃদ্ধির উপেক্ষা ... কার্য্যে বিপরীতভাব ... সেই ১৮ কোটির শ্রীবৃদ্ধির ... সেই ৫০ বা ৬০ হাজারের ... করা হইতেছে।

পতিত ভূমি বিক্রয় হইলে ভারতবর্ষের শ্রীবৃদ্ধি হইবে, কথা উঠিল; অবিলম্বে বিক্রয়ের নিয়মাবলি প্রকটিত হইল। সেই বিক্রয় কার্য্য দ্বারা হিন্দু, মুসলমান বা ইউরোপীয় কে অধিকতর লাভবান্ হইলেন? ভারতবর্ষে বাহুল্য পরিমাণে তুলার চাষ হইলে ভারতবর্ষের শ্রীবৃদ্ধি হইবে, কথা উঠিল; তুলোৎপাদনোপযোগী ভূমি অন্বিষ্ট হইল, চাষ আরম্ভ হইল, মফস্বলে রাস্তা ঘাট প্রভৃতির উৎকর্ষ সাধন হইতে লাগিল, তাহাতে অধিকতর লাভবান্ কে হইল? ভারতবর্ষীয়েরা প্রকৃত সম্বন্ধে উৎকর্ষ লাভ করিতে পারেন না: কণ্ট্রাক্ট বিল বিধিবদ্ধ করিলে সেই উৎকর্ষ তাঁহাদিগের হস্তগত এই ভাণ করিয়া তাহা বিধিবদ্ধ করিবার চেষ্টা হইল, ষ্টেটসেক্রেটারি তাহার প্রতিবাদী হইলেন, তৎক্ষণাৎ তাঁহাকে পদচ্যুত করিবার উদ্দেশে "ভারতবর্ষে ভারতবর্ষশাসন" রব উঠিল: সেই চেষ্টা হইতে লাগিল, যদি সেই চেষ্টা সফল হয়, কে তদ্দ্বারা অধিক লাভবান্ হইবেন? ভারতবর্ষে নীলকর প্রভৃতির সহিত প্রজার নানা বিরোধ হয়, মফস্বলে ছোট আদালত হইলে ভারতবর্ষের শ্রীবৃদ্ধি হইবে, জল্পনা হইল, স্থানে স্থানে ছোট আদালত প্রতিষ্ঠিতও হইল, কিন্তু তদ্দ্বারা কে অধিকতর লাভবান্ হইলেন? সিবিল সর্ব্বিসের পরীক্ষার দ্বার উদ্ঘাটিত করিয়া ইংলণ্ডে তদ্গ্রহণ রীতি প্রবর্ত্তিত হইলে ভারতবর্ষের শ্রীবৃদ্ধি হইবে, প্রস্তাব হইল; তৎক্ষণাৎ তথায় প্রবর্ত্তিত হইল, কিন্তু তদ্দ্বারা কে সমধিক লাভবান্ হইলেন?

এস্থলে অনেকে জিজ্ঞাসা করিতে

ন. ইউরোপীয়েরা কি এদেশীয়দি-
ক উল্লিখিত বিষয়ের ফল ভোগ ক-
নিবারণ করিয়া রাখিয়াছেন ? কেহ
দীয়দিগের সাক্ষাৎসম্বন্ধে তত্তৎ বি
র ফল ভোগ নিষেধ করেন নাই যথার্থ
, কিন্তু পরম্পরা সম্বন্ধে নিষেধ করা
হে। ইউরোপীয়েরা এদেশীয়দিগের
পক্ষা অনেক বিষয়ে প্রাধান্য লাভ করি
েন, তাঁহাদিগের ধর্ম্ম ও আচার ব্যবহা
র উৎকর্ষ নিবন্ধন তাঁহাদিগের অনেক
খা আছে; অতএব তাঁহাদিগের সহিত
শীয়দিগের প্রতিযোগিতা হইলে এদে
য়েরা যে ফলভোগে বঞ্চিত হইবেন স্
হ কি ? কৃত্রিম কতকগুলি বিষয় কেবল
রোপীয়দিগের সুবিধা উদ্দেশ করিয়াই
া হইয়া থাকে, তদ্দ্বারা এদেশের আনু
ক যে যৎকিঞ্চিৎ উপকার লাভ হয়,
াহ।

যে যে বিষয় দ্বারা এ দেশের শ্রীবৃদ্ধি
.বনা আছে, তত্তদ্বিষয়ে এ দেশী
কে সাক্ষাৎ সম্বন্ধে প্রবর্ত্তিত করা,
সেই সেই বিষয়ে ইঁহাদিগকে শিক্ষা
উৎসাহ দেওয়াই এদেশের শ্রীবৃদ্ধি সা
ধের প্রকৃত পথ। এদেশে রেলওয়ে হই
াছে, কিন্তু এদেশীয়েরা আরোহণাদিরূপ
াহার সামান্য ফল বিনা মুখ্য ফল ভোগে
ধিকারী হইতে পারেন নাই; রেলওয়ে
খন এদেশে হয় নাই, ইঁহারা কল প্রভৃতির
র্ম্মাণ ও চালনাদি বিষয়ে তখন যেমন অন
ভিজ্ঞ ছিলেন, এখনও সেইরূপ রহিয়া
েন। ১১। ১২ বৎসর হইল, এদেশে
রেলওয়ে হইয়াছে, এপর্য্যন্ত এদেশের
য় জন লোকে কয় খান কল প্রস্তুত করি
াছেন ? এদেশের কয় জন লোকে শকট
চালক হইয়াছেন ? এদেশের কয় জন লোকে
.ডের কাজ শিখিয়াছেন ? একে ত এদে
.র লোকে সহজে আলস্য পরিত্যা
গ করিয়া শ্রমসাধ্য কার্য্যে ব্যাপৃত হইতে
উন্মুখ নহেন, তাহাতে আবার কাহার উৎ
সাহ দেওয়া নাই, প্রত্যুত অনুৎসাহ দেও।
আছে। এদেশীয়েরা তত্তৎকার্য্যে সমর্থ হই
বেন না বলিয়াই অনেকে সিদ্ধান্ত করিয়া রা
খিয়াছেন। যাহার বুদ্ধি আছে, তাহাকে শি
খাইলে শিখিতে পারে না, এ কিরূপ কথা
শিক্ষা ও কাজ না করিলে কি কখন কাহা
র বুদ্ধি মার্জ্জনা, শরীর পাটব, সাহস ও
বল বীর্য্যাদির বৃদ্ধি হয় ? রেল গাড়ির কল
ও তদুপকরণ ইংলণ্ডে প্রস্তুত হয়, আর
এখানে প্রস্তুত হইতে পারে না, ইহা বুঝি
য়া লওয়া সহজ নহে। চেষ্টার অসাধ্য
কোন্ কর্ম্ম আছে ? এদেশে চেষ্টা নাই
বলিয়া সমুদায় বিষয়েরই অসঙ্গতি। বা
ঙ্গালিরা যে যে কারিক্রিয়া করিতে পারেন,
সাঁওতালেরা কি তাহা করিতে সমর্থ ? তা
হাদিগের সে অসামর্থ্যের কারণ কি ?
তাহাদিগের শিক্ষা ও চেষ্টা নাই। এদে
শে তুলা জন্মিতেছে, কিন্তু সে তুলা ইংল
ণ্ডে গিয়া সূত্র ও বস্ত্র হইয়া আসিতেছে,
গতায়াতের জাহাজ ভাড়া লাগিতেছে; এ
দেশীয়েরা কেবল মজুরী করিয়া তাহার
উৎপাদন করিতেছেন মাত্র, সেই তুলার
প্রকৃত ফলভোগী হইতে পারিতেছেন না।
এদেশে তুলা জন্মিয়া ইংলণ্ডে চলিয়া
গেল, তাহাতে এদেশের কি শ্রীবৃদ্ধি হই
ল ? এদেশীয়দিগের মজুরী লাভ, ইহাই
কি স্পৃহণীয় শ্রীবৃদ্ধি ? এদেশীয়েরা কি
তুলা পরিষ্কার করিবার ও বস্ত্র প্রস্তুত ক
রিবার কল করিতে শিক্ষা করিয়াছেন ?
ইঁহারা কি সেই কল দ্বারা বস্ত্র প্রস্তুত
করিতেছেন ? এদেশে সেই কল প্রস্তুত
করিলে এবং ইঁহাদিগকে সেই কল প্রস্তুত
করিতে শিখাইলে কি এদেশের মহীয়সী
শ্রীবৃদ্ধি হইত না।

আমরা উপরে উদাহরণস্বরূপ কেবল
কয়েকটী বিষয়ের প্রসঙ্গ করিলাম, এদে
শীয়দিগকে কাজে প্রবর্ত্তিত করিবার শিক্ষা
দিবার অনেক বিষয় আছে, ইঁহারা যাবৎ
সেই গুলি স্বয়ং ও সহজে সম্পাদন করি
তে সমর্থ না হইবেন, তাবৎ এ দেশের
মঙ্গল শ্রীবৃদ্ধি লাভ সম্ভাবনা নাই। গবর্ণমে
ণ্টের যে তত্তদ্বিষয়ে শিক্ষাদান ও উৎসা
হদানের ভার, সেকথা বলা বাহুল্য। পিতা
পুত্রদিগের শিক্ষাদান ভার গ্রহণ করেন
যে পিতা স্বয়ং পণ্ডিত নহেন তিনি কখ
পুত্রকে অজ্ঞান তম ও দুরবস্থাপন্ন দেখিয়া
নির্বৃত হইতে পারেন না। আমাদিগে
গবর্ণমেণ্ট যদি অজ্ঞ হইতেন, আর এদে
শীয়েরা শিক্ষা সম্পন্ন হইতেন, আমর
তাঁহাদিগকে উত্তেজনা করিতাম না। ব্রি
টিস গবর্ণমেণ্ট এ দেশের শিক্ষা, রক্ষা
ভৃতি যাবতীয় বিষয়েরই ভারগ্রহণ করিয়া
ছেন। এখন সেই গৃহীত ভারোচিত কার্য
না করিলে তাঁহাদিগকে কর্ত্তব্যের অন
ষ্ঠান জন্য প্রত্যবায়ভাগী হইতে হইবে

এল, এল, উপাধিধারিরা প্রধানতম বিচারালয়ে ওকালতী করিতে পারিবেন কি না ?

সম্প্রতি সর বার্ণেস পিকক এই প্রশ্ন
টী উত্থাপিত করিয়াছেন, যে সকল ছা
বিশ্ববিদ্যালয় হইতে বি, এল, এবং এল
এল উপাধি প্রাপ্ত হইয়া ওকালতি করিতে
আসিতেছেন তাহাদিগের উভয় শ্রেণীকে
একবিধ স্বত্ব ও ক্ষমতা দিয়া প্রধানতম বি
রালয়ে ওকালতী করিতে দেওয়া উচি
কি না ? এই প্রশ্ন উপলক্ষ করিয়া অনে
বি, এল, ব্যবসায়ী এল, এল, উপা
ধিদিগের বিরুদ্ধে চিৎকার আরম্ভ ক
য়াছেন। তাঁহারা বলেন তাঁহারা প্রথমে
বি, এ, উপাধি প্রাপ্ত হইয়া আইনে
পরীক্ষা দিয়া বি, এল, উপাধি প্রাপ্ত হ
কিন্তু এল, এলেরা কেবল এল, এ, প
ক্ষা দিয়া ব্যবস্থা অধ্যয়ন করেন। পরীক্ষ
নম্বরও সমান নহে। বি, এলদিগের প্র
বিষয়ে সমুদায়ের অর্দ্ধেক নম্বর লইতে
হয়, পক্ষান্তরে এল, এলেরা তৃতীয়াং
প্রাপ্ত হইলেই প্রশংসা পত্র পাইয়া থা

য় । একদিকে এত বৈলক্ষণ্য কিন্তু ফলাংশে বৈলক্ষণ্য নাই। অতএব সেই ফলাংশে বৈলক্ষণ্য হওয়া উচিত।

এই সকল ব্যক্তির স্বার্থপরতা আমাদিগের চিত্ত বিরাগ উৎপাদন করিয়াছে যথার্থ বটে, কিন্তু আমরা তাঁহাদিগের প্রদর্শিত যুক্তিকে অসঙ্গত বলিয়া স্বীকার করিতে পারিতেছি না। পরীক্ষা অংশে যখন বৈলক্ষণ্য লক্ষিত হইতেছে, তখন ফলাংশে বৈলক্ষণ্য হওয়াও উচিত সন্দেহ কি? পুরস্কার গত ইতর বিশেষ না থাকিলে লোকে সচরাচর অধিকতর শ্রম স্বীকারে উন্মুখ হইবে কেন? ফলতঃ বি, এল ও এল,এল, উভয়ের স্বত্ব ও অধিকার বিষয়ে বৈলক্ষণ্য থাকা অসঙ্গত নয়। কিন্তু এলএল দিগের প্রধানতম বিচারালয়ে ওকালতী করিবার পথ রোধের যে চেষ্টা হইতেছে, আমরা তাহার অনুমোদন করিতে পারিতেছি না। এল, এলেরা যদি প্রধানতম আদালতে নিয়মানুরূপ স্বকর্ত্তব্য সাধন করিতে পারেন, তাঁহাদিগকে বঞ্চিত করা কি রূপে ন্যায়ানুগত হইতে পারে? বি, এলদিগের সম্মানার্থ শ্রেণী ভেদ করিলই হইতে পারে।

এস্থানে আমরা এল, এলদিগকে একটী পরামর্শ দিতেছি, তাঁহারা তাহার অনুসরণ করুন। তাঁহারা মফস্বল আদালতে যাউন, তথায় তাঁহাদিগের প্রতিষ্ঠা লাভ হইবে। প্রকারে বিলক্ষণ অর্থ লাভ হইবে সন্দেহ নাই। তথায় অজ্ঞ অথবা অল্পজ্ঞ উকীলদিগেরই একাধিপত্য। এল এলেরা তথায় উপস্থিত হইলে (অজ্ঞ ও অল্পজ্ঞ উকীলেরা) নিঃসংশয় আপনাদিগের রাজ্যকে স্থির পদ রাখিতে পারিবেন না, রাজ লাভে প্রজাগণের ন্যায় মওক্কেলেরা বিদ্রোহী হইবে সন্দেহ নাই। মফস্বল আদালত সকলেরও কিঞ্চিৎ আলোক লাভ হইবে।

পতিত ভূমি বিক্রয় সংক্রান্ত আইন।

১৪ ই ফাল্গুনের ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভায় হারিংটন সাহেব পতিত ভূমি বিক্রয় সংক্রান্ত বিল উপস্থিত করিয়াছিলেন। উহা অবিলম্বে বিধিবদ্ধও হইয়াছে। পতিত ভূমি বিক্রীত হইয়া বনপূর্ণ ভূমি পরিষ্কৃত ও তথায় নানাবিধ শস্য ও চা প্রভৃতি উৎপন্ন হয়, গবর্ণমেণ্টের এই নিতান্ত অভিলাষ। তদ্দ্বারা ভারতবর্ষের মঙ্গল হইবার সম্পূর্ণ সম্ভাবনা আছে। কিন্তু প্রণালীর দোষে গবর্ণমেণ্টের সেই উৎকৃষ্ট মনোরথ সফল হইবার ব্যতিক্রম ঘটিতেছে। লোকে তন্নিমিত্ত তাঁহাদিগের নিকট কৃতজ্ঞ হইতেছেন না। পাঠকগণ কি মনে করিতেছেন, আমরা এই কথা বলিতেছি যে এদেশের অধিকাংশ ভূমি বনপূর্ণ থাকুক? না, আমাদিগের সে ইচ্ছা নয়। আমরাই সমুদয় ভূমি লইব, অন্য জাতিকে বিশেষতঃ ইউরোপীয়দিগকে এ দেশে কৃষি কার্য্য করিতে দিব না ইহাও আমরা এক দিনের জন্য মনে করি না। ইউরোপীয়েরা আসুন, কৃষকদিগকে উৎকৃষ্টরূপে কৃষি কার্য্য প্রভৃতির শিক্ষা প্রদান করুন এবং সাক্ষাৎ সম্বন্ধে হউক আর পরম্পরা সম্বন্ধে হউক দেশের ধন ও সৌভাগ্য বৃদ্ধি করুন এ ইচ্ছা কোন্ ভারতবর্ষীয়ের না হইবে? এস্থলে আমাদিগের কেবল বক্তব্য এই, এদেশীয়দিগের উপরে তজ্জন্য অত্যাচার না হয়, এবং গবর্ণমেণ্ট নিজে অবিচার না করেন।

হারিংটন সাহেবের বিলের মর্ম্ম এই, পতিত ভূমির উপর কাহার স্বত্ব থাকিলে তিনি তাহা বিক্রীত হইবার অনতিপূর্ব্বে জেলার কালেক্টরের নিকটে জানাইবেন। কালেক্টর সে বিষয়ের শীঘ্র (সমারি) বিচার ও নিষ্পত্তি করিবেন। অর্থী যদি তাহাতে অসন্তুষ্ট হন, তাহা হইলে উচ্চ আদালতে আপীল করিতে পারিবেন। ঐ বিচারালয়ের বিচারপতি সেই আপীল গ্রহণ করিয়া জজদিগের আজ্ঞাই চূড়ান্ত হইবে। হারা যদি কোন বিষয়ের মীমাংসা বোধ করেন, প্রধানতম আদালতের মত গ্রহণ করিবেন। ক্রয় হইলে যদি কেহ আপত্তি করেন, আর তাঁহার সেই আপত্তি সিদ্ধ ও তাঁহার স্বত্ব উত্তমরূপে সপ্রমাণ হয়, তথাপি তিনি বিক্রীত ভূমি পুনঃপ্রাপ্ত হইবেন না; গবর্ণমেণ্ট কেবল তাঁহাকে তাহার মূল্য প্রদান করিবেন।

যে কারণে সর চার্লস উড কানিঙের পতিত ভূমি সংক্রান্ত আইন পরিবর্ত্ত করেন, তন্মধ্যে স্বত্ব বিচার একটী প্রধান। উক্ত মন্ত্রী বলিয়াছিলেন অন্য অন্য সম্পত্তির ন্যায় পতিত ভূমির স্বত্বও তামাদি আইনের অন্তর্গত কর্ত্তব্য। হারিংটন সাহেব অথবা ভারত গবর্ণমেণ্ট ভুলেন, বোধ করি, কোন ব্যক্তি টাকা দিয়া ভূমি ক্রয় করিয়া তাহাতে মূলধন বিনিয়োগ করিয়া বসতী করিয়া তুলিলেন, তাহার পর তাহা হইতে বঞ্চিত হন, তাহা তাঁহার অতিশয় কষ্টের হইবে। সত্য, কিন্তু যাহার যে সম্পত্তির উপর চিরস্বত্ব আছে, সে তাহা বহু কষ্টে রক্ষা করিলেও যদি তাহাতে তাহার অধিকার না দেওয়া হয়, সেটী কি তাহার অধিক কষ্টের হইবে না? তাহা কি যুক্তিবিরুদ্ধ ব্যবহার নয়? সর্ব্বদেশে চিরএই নিয়ম হইয়া আসিতেছে, আদালতে যাহার স্বত্ব প্রমাণ হইবে, সে বস্তু তাহাকে অবশ্যই দিতে হইবে, তৎপরিবর্ত্তে কিছু লওয়া আর না লওয়া তাঁহার ইচ্ছা। কোন দেশের কোন ব্যবস্থাপকই সহজ অনাগমোপভোগের প্রমাণ্য সংস্থাপন করেন নাই। ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট এবং ব্যবস্থাপক সভা ইচ্ছামত একৎপরিবর্ত্তে,

ন। আইনের কথাগুলো থাকুক, মু
বা কি বলিতেছে, তাহাও শুনিবার
না করা উচিত। ক্রেতা পাছে অন্যরূ
এই ভয়ে বিব্রত হইয়া সুবিজ্ঞ বি
অধিকারীর স্বত্ব লোপে সম্মতি দি
? এই নিয়ম সকল সম্পন্ন হিয়া উপ
রিবে ত? বোধ হয়, একজনের এক
আমি আর জনকে বিক্রয় করিলা
রে যথার্থ অধিকারী আসিয়া করি
পর্যার স্বত্ব সপ্রমাণ করিল, তখন
যদি তাঁহাকে বলি তোমার তা
তুমি পাইবে না, কিন্তু আমি তোমা
ল্য দিতেছি। আমার সে কথা
ইবে-ক? ফৌজদারী আদালত আ
জিয়িত অপহরণকারী বলিয়া চো
ও দিবেন না ত? দেওয়ানী আদা
মার অপক্ষতা করিবেন ত? তাহা
পারেন, গবর্ণমেণ্ট কি যুক্তিতে
শিবর নিজে বিক্রয় করিতে উদ্যত
এবং নিয়মগুলি প্রবৃত্ত হইতেছে
ঐ কার্য্য সাধারণ লোকের
সুবৃত্তি হয়, গবর্ণমেণ্টের পক্ষে
কেন? অপর এস্থলে ইহাও বিবেচ
আবশ্যক, যথার্থ অধিকারির প্রমা
সত্ত্বেও ক্রেতার অসন্তোষ করে
কিঞ্চিৎ মূল্য লইয়া স্বাধীনতা
ক্ত হওয়া সহজ, অথবা যিনি অ
আগমে পরের ভূমি ক্রয় করিলে
সমূলধন বিনিয়োগ ও পরিশ্রম
ছেন তাঁহার সেই বিনিয়োজিত
ও পরিশ্রমের পুরস্কার লইয়া
রিত্যাগ সহজ? ক্রেতা যদি এ অসু
সহ্য করিতে না চাহেন, তাহা হইলে
এই সম্পত্তিক্রয় করিবার পূর্ব্বে বিশে
প জানা কর্ত্তব্য এতাবিত ভূমির
অধিকারী আছেন কি না? তাঁহার
প্রকাশ হইলে কি যথার্থ অধিকারী
ার সম্ভোগ করিবেন? যাহার জম
তাহারই ক্ষতি হয়, ইহাই আমরা বরা
বর শুনিয়া আসিতেছি, কিন্তু যাহার জম, তাহার লাভ, অন্যের ক্ষতি একথা আমরা এই নূতন শুনিলাম।

এই বিলের প্রতি আমাদিগের আর এক বিশেষ আপত্তি আছে, আমাদিগের বিচারালয়ের অবস্থা হয় নাই। মাজিষ্ট্রেট কালেক্টর প্রভৃতিও অনেক সময়ে পক্ষপাত প্রাদুর্ভাব ও জাতি বৈর প্রেরিত হইয়া কার্য্য করেন আমলাদিগের ত কথাই নাই। টাকা ব্যয় করিলে এক ব্যক্তি অনায়াসে একজনের নামে ডিক্রী লইতে পারেন, অথচ প্রত্যর্থী ডিক্রীজারির পূর্ব্বে তাহার বিন্দু বিসর্গও জানিতে পারেন না। এরূপ স্থলে গোপনে লোকের সম্পত্তি বিক্রয় হওয়া অসম্ভাবিত নয়। বিশেষতঃ দরিদ্র, বিদেশবাসী, স্ত্রীলোক ও অপ্রাপ্তবয়স্কদিগকে নিঃসংশয় সর্ব্বস্বান্ত হইতে হইবে। অপর, স্বত্বাসত্ত্বের মোকদ্দমার বিচার ভার কালেক্টরদিগের হস্তে দেওয়া অত্যন্ত অন্যায়। এতাদৃশ মোকদ্দমা দেওয়ানী আদালতেরই অধিকার। দেওয়ানী আদালত ব্যতিরেকে অন্যত্র এবম্বিধ মোকদ্দমার যথার্থ ও সূক্ষ্ম বিচার হইবার সম্ভাবনা নাই।

ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট এক্ষণে অতিশয় অন্যায় করিতে চলিলেন। কণ্ট্রাক্ট বিল রহিত হইবার পর অবধি তাঁহারা নানা কৌশলে ইউরোপীয়দিগের সহায়তা কার্য্যে প্রবৃত্ত হইয়াছেন, তদর্থ তাঁহারা এতদ্দেশীয়দিগের প্রতি অবিচার করিতেও কীত ও সঙ্কুচিত নহেন। তাহার এই পক্ষপাত প্রকারে মোহিত হইয়াই বারম্বার ইংলণ্ডীয় গবর্ণমেণ্টের স্পষ্ট আজ্ঞা লঙ্ঘন করিতেছেন। যাহা হউক তাঁহারা কি ইহাতে কৃতকার্য্য হইতে পারিবেন? ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট কি তাঁহাদিগের কৃত এই পক্ষপাত দূষিত ব্যবস্থার অনুমোদন করিবেন? কণ্ট্রাক্ট বিলের ন্যায় কি ইহার দুর্দ্দশা হইবে না? দেখা যাউক, সর চার্লস উড কি করেন।

কলিকাতা ওয়ার্ড।

সমাচার পত্রে দৃষ্ট হইল কলিকাতা ওয়ার্ড স্থ অপ্রাপ্ত ব্যবহার রাজকুমারদিগের তত্ত্বাবধান জন্য ৫ জন অবৈতনিক তত্ত্বাবধায়ক নিযুক্ত হইয়াছেন। তন্মধ্যে রমানাথ ঠাকুর ও হরেন্দ্রকৃষ্ণ বাহাদুর এদেশীয়, আর ৩ জন ইউরোপীয়। আমরা অনেক দিন অবধি ওয়ার্ডের দুর্নাম শ্রবণ করিতেছি, অনেক অ হি ও জজ কালেক্টর প্রভৃতি এই স্থানে অপ্রাপ্ত ব্যবহারকদিগকে প্রেরণ করিতে অনিচ্ছু হইয়াছেন। তাঁহাদিগের অনিচ্ছা নিষ্কারণ নহে। যাহা হউক গবর্ণমেণ্ট যে তত্ত্বাবধায়ক নিয়োগ করিয়াছেন, ইহাতে আমরা অতিশয় আনন্দিত হইলাম। তত্ত্বাবধায়কেরা বালকদিগের চরিত্র শিক্ষার প্রতি কিঞ্চিৎ বিশেষ দৃষ্টি রাখিবেন। তাঁহাদিগের চরিত্রগত গুণ দোষের উপর অনেক এদেশের শুভাশুভ নির্ভর করিতেছে। এখন ত এই রূপ একটী জনরব উঠিয়াছে, অপ্রাপ্ত বয়স্ক রাজকুমারেরা ওয়ার্ডে কেবল আবকারির শ্রীবৃদ্ধি শিক্ষা করিতে আইসেন। আমাদিগের দেশের জমীদার ও রাজকুমারের যদি অপদার্থ ও অবিমৃষ্যকারির ন্যায় ইন্দ্রিয় সেবা ও আলস্যের হস্তে সময় সমর্পণ না করিয়া কৃতবিদ্য ও সচ্চরিত্র হইয়া স্বদেশের প্রতি স্বকর্ত্তব্য সাধন করেন শ্রীবৃদ্ধি কি প্রাভাতিক অরুণকিরণাবলী শোভারাজির ন্যায় ভারতবর্ষের প্রতি স্নেহের বাহুল্যে সম্পাদন করিতে বি দীর্ঘকাল উদাসীন থাকিত।

বাঙ্গালিদিগের অধিকতর দুষ্কায় হইবার উপায় কি?

বীর্য্যহীনতা আলস্যের এক প্রধান কারণ

বীর্য্যবান্ না হইলে মনুষ্য কখন উদ্যমশালী, অধ্যবসায়ী ও আত্মোন্নতিপর হইতে পারে না। কি ইউরোপ, কি আসিয়া, কি আমেরিকা, পৃথিবীর যে অংশে উন্নতশীল জাতি নয়নগোচর হয়, সেই জাতিই শৌর্য্যগুণে ভূষিত দৃষ্ট হয়। যে স্থানে শৌর্য্যহীন জাতির বাস, তথায় আলস্য ও নিরুদ্যমতাদির প্রাদুর্ভাবহেতু অবশ্যই দুর্গতিপথে পতিত হইয়া থাকে। ইংরাজ ও বঙ্গদেশবাসিদিগের প্রতি দৃষ্টিক্ষেপ করিলে পাঠকগণ আমাদিগের বাক্যের তাৎপর্য্য বোধে সমর্থ হইবেন সন্দেহ নাই। ইংরাজদিগের শৌর্য্য জগদ্বিখ্যাত, এবং তাঁহাদিগের শ্রমানুরাগ বিস্ময়াবহ (১) বাঙ্গালিদিগের বীর্য্যহীনতা ও তন্মূলক আলস্যপরতাই বহুকালাবধি প্রসিদ্ধ আছে। আমাদিগের এ কলঙ্কের কি দূরীভূত হইবার উপায় নাই? আছে। পুষ্টিকর দ্রব্য ভোজন, নিয়মিতরূপে ব্যায়াম ক্রিয়ার অনুষ্ঠান, কার্য্যে সতত অভিনিবেশ এবং উন্নত বিষয়কে লক্ষ্য করিয়া তৎসাধন চেষ্টা, এইগুলিই সেই উপায়। যাঁহারা শীত প্রধান প্রদেশে বাস করেন, তাঁহাদিগের প্রায় স্বভাবতঃ এই গুলি হইয়া থাকে, আমাদিগকে চেষ্টা পাইয়া এই গুলি করিতে হইবে।

এতদ্দেশীয় এক ব্যক্তি লণ্ডনে গিয়াছিলেন তিনি বলেন, তথায় অবস্থিতি কালে যে পরিমাণে পরিশ্রম করিতে পারিতেন, কলিকাতায় প্রত্যাগমন করিয়া তাহার অর্দ্ধেক পরিশ্রম করিতে পারিতেছেন না। আর এক ব্যক্তি উত্তর পশ্চিম প্রদেশ হইতে লিখিয়াছিলেন যে কলিকাতার অপেক্ষা তথায় ইংরাজেরা দ্বিগুণ, ও ত্রিগুণ অধিক পরিশ্রম করিতে পারেন। কলিকাতার অপেক্ষা লণ্ডনে বা উত্তর পশ্চিম প্রদেশে অধিকতর শ্রমশক্তি জন্মিবার কারণ কি? পুষ্টিকর দ্রব্য ভোজন ও নিয়মিত ব্যায়ামাদির অনুষ্ঠান নিবন্ধন বলাধিক্যই তাহার কারণ। ইংরাজ, ফরাসী রুসিয়, পাঠান, শিখ, প্রভৃতি জাতিরা কি কারণে এতাদৃশ বলিষ্ঠ ও দৃঢ়কায় হয়? তাহারা শীত প্রধান স্থানে বাস করে, ইহাই কি এক মাত্র কারণ? উল্লিখিত পুষ্টিকর দ্রব্য ভোজন ও ব্যায়ামাদির কি আবশ্যকতা নাই? শীত প্রধান প্রদেশবাসিরা যদি বাঙ্গালিদিগের ন্যায় অসার ও অল্প পরিমিত দ্রব্য ভোজন ও নিশ্চেষ্ট ও নিরীহ হইয়া কাল হরণ করে, তাহারা কি ক্রমে নির্ব্বীর্য্য ও দুর্ব্বল হইয়া যায় না? তাহাদিগের বংশে কি আর তাহাদিগের ন্যায় সবল ও দৃঢ়কায় লোক জন্মে? তাহাদিগের বংশ্যলোকদিগকে কি ক্রমে আর তজ্জাতীয় বলিয়া বোধ হইবে। শীত প্রদেশের লোকেরা আহারাদির ব্যতিক্রম করিলে যদি তাহাদিগের বলবীর্য্য সাহস ও অধ্যবসায়ির হ্রাস হয় বটে, তবে বঙ্গদেশ বাসিরা আহার ও ব্যায়ামাদির উৎকর্ষ সাধন করিলে, ঐ সকল বিষয়ে উৎকর্ষ সাধিত না হইবে কেন? আমরা সকলকে উপায় অবলম্বনেরই প্রস্তাব করিতেছি, বাহ্যাড়ম্বর উপাদানাবলম্বনের প্রসঙ্গ করিতেছি না। পরিষ্কৃত স্থানে বাস করিলে ও নিয়মিত রূপে আহার, পান ও পরিশ্রম করিলে শরীর সুস্থ হয় বটে, কিন্তু বলিষ্ঠ হয় না। এক ব্যক্তি কলিকাতার সন্নিকটে কোন উদ্যানে বাস করিয়া নিয়মিতরূপে আহার পান ও পরিশ্রম করিলে স্বাস্থ্য লাভ করিতে পারেন, কিন্তু তিনি যদি পুষ্টিকর ও অধিক পরিমিত দ্রব্য ভোজন ও ব্যায়ামাদি না করেন, তাঁহার শরীর কখন বলিষ্ঠ হইবে না। কিন্তু সেই ব্যক্তি যদি লণ্ডন বা স্কটলণ্ডের কোন মনোরম স্থানে গিয়া বাস করেন, তাঁহার শরীর যে কেবল সুস্থ হইবে এরূপ নহে, বলিষ্ঠ হইয়া উঠিবে। এতদ্দেশীয় যে সকল ব্যক্তি লণ্ডন বা উত্তর পশ্চিম প্রদেশের কোন স্থানে কিছুকাল বাস করিয়া কলিকাতায় প্রত্যাগমন করেন, সচরাচর তাঁহাদিগের শরীর দৃঢ়তা ও বলিষ্ঠতা এই উভয় গুণে ভূষিত দৃষ্ট হয়। এবম্বিধ বৈলক্ষণ্য কারণের অনুসন্ধানে প্রবৃত্ত হইলে উদ্দি- [illegible] সন্দেহ নাই। [illegible] অধিক পরিমিত দ্রব্য ভোজন [illegible] না উঠে। অধিক পরিমিত [illegible] পরিপাক করিতে পারিলে [illegible] ন হয়, আহারী [illegible] বল সঞ্চারে পর্য্যাপ্ত নহে। [illegible] বলিষ্ঠ হইলেই দৃঢ় হইবে, এরূপ নিয়ম নাই। কিন্তু উভয়ের অস্তিত্বে [illegible] একের সহায়তা ব্যতিরেকে [illegible] হয় না। নিয়োগী না হইলে [illegible] কার হইবার সম্ভাবনা নাই। [illegible] লেও কোন কোন শারীরিক নিয়ম [illegible] রূপে লঙ্ঘন (২) করিয়াও কেহই রক্ষা করিতে সমর্থ হন না।

আমরা অল্প অল্প পরিমাণে [illegible] কার অস্বাস্থ্যকর খাদ্য করিয়া প্রতি যে ব্যক্তি দৃঢ়কায়, যাহার মাংস পেশী দৃঢ় ও মেদের ভাগ অপেক্ষাকৃত [illegible] ব্যক্তিই উক্ত প্রকারে অস্বাস্থ্যকর দ্রব্যাও দুর্ব্বল শরীরী অপেক্ষা অধিককাল থাকিতে পারেন।

উপরে যে রূপ আলোচিত হইল তাহাতে স্পষ্ট প্রতীয়মান হইতেছে যে নিয়মিত আকার পানাদি নিবন্ধন স্বাস্থ্য লাভ [illegible] সেই সমুদ্য দৃঢ় ও সবল কায় হয় না। বিধানবিৎপণ্ডিতগণ বলেন পুষ্টিকর ও ব্যায়ামাদি রূপ পরিশ্রমকর কার্য্য শরীর বলিষ্ঠ ও দৃঢ় হয়। কেহই একথা অস্বীকার করিতে পারেন না। কোন কোন দেশে পুষ্টিকর দ্রব্য ভোজন ও ব্যায়ামাদি স্বভাবতই হইয়া উঠে, অন্য কোন স্থানে তাহা যত্ন পাইয়া করিয়া লইতে হয়। ইংলণ্ড, রুসিয়া আফগান প্রভৃতি শীতল দেশবাসিরা পুষ্টিকর আহার ও কোন না কোন প্রকার ব্যায়ামাদি রূপ শ্রমকর কার্য্যে প্রবৃত্ত কিন্তু তাহারা শারীরিক নিয়ম সংক্রা-

(১) এতন্নগরস্থ দুই সুশিক্ষিত ব্যক্তি লণ্ডনে উপনীত হইয়া ইংরাজদিগের শ্রমানুরাগ দর্শন করিয়া বিস্ময়াপন্ন হইয়াছিলেন। তাঁহারা বলেন ইংরাজেরা বাঙ্গালিদিগের ন্যায় বৃথা গল্পাদিতে কাল হরণ করিতে নিতান্ত পরাঙ্মুখ। প্রতি নিয়ত তাহারা কোন না কোন কার্য্যে নিযুক্ত থাকে। অর্থোপার্জ্জন বিষয়ে তাহাদিগের মত শ্রমশালী, বোধ হয়, আর কোন জাতি পৃথিবীতে নাই।

(২) এতদ্দেশীয় মোট বাহক, দাঁড়ী মাঝিদির প্রতি দৃষ্টিপাত করিয়া বিবেচনা করিলে আমাদিগের বাক্য সপ্রমাণ হইবে

লোপার্জন দ্বারা অবলম্বন করে নাই।
নং যখন অত্যন্ত অসভ্যাবস্থায় ছিল,
শারীরিক নিয়মাদির জ্ঞান তৎকালেনী
দের মধ্যে উদিত হয় নাই, তখনও ইং
বাসিরা পুষ্টিকর দ্রব্য ভক্ষণে ও ব্যায়াম
প্রবৃত্ত ছিল। অন্যান্য শীতল দেশবা-
সীদেরও প্রতি দৃষ্টিপাত করিলে স্পষ্ট
তি হইবে যে ইংলণ্ডবাসিদিগের ন্যায়
রাও শারীরবিধানবিৎ পণ্ডিতগণের
দেশ না হইয়াও সবল শরীর হইবার উ-
ত নিয়ম অবলম্বন করিয়াছে।

ফলতঃ জল বায়ু ও মৃত্তিকাদির উপরে
ক পরিমাণে আমাদিগের শারীরিক
ও ক্ষীণতা যে নির্ভর করে, তদ্বিষয়ে
নাই। শারীর বিধানবিৎপণ্ডিতেরাও
রূপ সিদ্ধান্ত করিয়াছেন। এতদ্বিষয়ে স-
র জেমস কোপলাণ্ড সাহেব যাহা বলেন
সার ভাগ নিম্নে সঙ্কলিত হইল।
লেন যে মনুষ্য যে যে দেশে বাস করে
দেশের জল বায়ু মৃত্তিকাদির তার-
ও বাহুল্য পরিমাণে তাহার শারীরি-
সিক শক্তির ইতর বিশেষ হয়।
, লাপলণ্ড প্রভৃতি দেশে অত্যন্ত
। ও প্রতি বৎসর ছয় মাস প্রায়
র অভাব নিবন্ধন তদ্দেশবাসিরা
ও দুর্ব্বল মাংসপেশী বিশিষ্ট হয়।
াদি অপেক্ষা অল্প শীতল দেশবা-
সাবার বিলক্ষণ সবলকায় ও মানসিক
বিশিষ্ট হয়। ৪৫ ও ৬৩ ডিক্রী
রেখার মধ্যে স্থাপিত দেশবাসিরা ইহা-
শ, তাহারাই পৃথিবীস্থ সকল জাতি
শী দৃঢ়ক , ও ক্লেশ সহ্য করিতে সক্ষ-
যে সকল দেশে সকল ঋতু পরিবর্ত্তন
তদ্দেশবাসিদিগেরও ভৌতিক ও মান
বলের বিলক্ষণ প্রাদুর্ভাব হয় যথা- ডে-
, সুইডেন, ইংলণ্ড ও তৎসন্নিহিত দ্বী-
। ঐ কোপলাণ্ড সাহেব আরো বলেন
সকল ভূমি সমুদ্রের অপেক্ষা অধিক
ও পর্ব্বতাদির নিকটস্থ, সেই সকল স্থান
রা বিলক্ষণ দৃঢ়কায় হইয়া থাকে। তা-
ব্যায়ামাদি শ্রম কার্য্যে বিলক্ষণ রত এবং
ও নিম্ন ভূমিস্থ লোকের অপেক্ষা

অধিকতর দীর্ঘজীবী হয়। তাহাদিগের
স্ত্রীলোকেরা অধিকতর সন্তানপ্রসূ ও ধর্ম্ম
পরায়ণা হইয়া থাকে। *

এতদ্বারা স্পষ্ট প্রতীয়মান হইতেছে যে
স্বাস্থ্যকর জল বায়ু মৃত্তিকাদি বিশিষ্ট দেশে
বাস করিলে লোকের স্বভাবতই পুষ্টিকর দ্রব্য
ভক্ষণ প্রবৃত্তি হইয়া থাকে। অপর, দৃঢ়
কায় হয় বলিয়াই তাহারা স্বভাবতঃ (৩)
আত্যন্তিক বলোপার্জ্জনে প্রবৃত্ত হয়। তাহা-
দিগের যেমি স্বভাবতঃ হয়, আমাদিগকে
তাহা চেষ্টা করিয়া করিতে হইবে। কিন্তু কি
রূপে সে চেষ্টা করিতে হইবে, আমরা আগা-
মি বারে পাঠকগণের গোচর করিব।

নূতন পুস্তক ও পত্রিকা।

কয়েক সপ্তাহ হইল, কয়েক খানি নূতন
পুস্তক ও পত্রিকা আমাদিগের হস্তগত হই
য়াছে। অবকাশ বিরহে আমরা কেবল যে
গ্রন্থকার ও পত্রিকা প্রকাশকারিদিগকে পূর্ণ
মনোরথ করিতে অসমর্থ হইয়াছি এরূপ নহে,
আপনারাও স্বকর্ত্তব্য সাধন করিয়া তাঁহাদিগের
নিকটে ঋণ মুক্ত হইতে পারি নাই। অদ্য
কিয়ৎ পরিমাণে ঋণ শোধে প্রবৃত্ত হইলাম।

১। সীতার অন্বেষণ, পদ্যময় গ্রন্থ, ঢাকা
বাঙ্গাল বাজার ব্রাহ্ম স্কুলের পণ্ডিত শ্রীমদন
মোহন মিত্র প্রণীত। ইহা ঢাকা নূতন যন্ত্রে
মুদ্রিত হইয়া প্রচারিত হইয়াছে। ইহাতে রা-
মের বিরহ ও বিলাপ বর্ণিত দৃষ্ট হইল। আ
মরা কয়েক স্থান আনন্দ সহকারে পাঠ করি
লাম। রচনা সম্পূর্ণরূপে নির্দ্দোষ হয় নাই ব
টে কিন্তু ললিত হইয়াছে। গ্রন্থকারের কাব্য
রচনা শক্তি আছে, তাহা স্পষ্ট বোধ হইল।
কয়েকটী কবিতা উদ্ধৃত হইতেছে, পাঠ-
কগণ স্বয়ংই কবির সহৃদয়তার পরীক্ষা করুন
উদ্ধৃত কবিতা কয়েকটী এই—

করি রাম ঊর্দ্ধে বিলোকন,
বলে অচেতন মেঘে ভেবে সচেতন,
তুমি হে জীবন দাতা, জীবের জীবন পাতা,
এই বার বাঁচাও জীবন।

(৩) ব্যায়ামাদি দ্বারা যে বলোপার্জ্জন
হয়, তাহাকে আত্যন্তিক বল কহে।

আমি নহি অন্যের নিকটে,
মোর নয়নে শত ধারে বহে বারি,
সদা সমাকুল মনে, কখন বিবেচনা করে,
করি সহিতে না পারি
তুমি কি উত্তাপ বারণ?
আমার উত্তাপ কেন কর না মোচন,
তোমার শক্তি আছে, কিন্তু প্রেয়সীর কাছে
জানাইতে দুঃখের কথা।
হে বারিদ! বারি বরিষণ,
কত নদী নদ পূর্ণ কর অনুক্ষণে,
মোর বাষ্পপূর্ণ কর, কহিয়া সন্দেশ হর,
যাও প্রাণ-প্রিয়ার সদনে।
বিনয়ে বলিও প্রেয়সীরে,
তব প্রেমাধীন সদা জানে দেবগীরে,
আর কি শিখাব আমি, যা দেখ চাতকস্বা
তাই বলে এস দেহে ফিরে।"

২। শিশু পাঠ প্রথমভাগ দ্বিতীয়বার
মুদ্রিত। শ্রীযুক্ত যদু গোপাল চট্টোপাধ্যায় ই
র সঙ্কলন করিয়াছেন। ইহা বালকদিগের
ঠার্থ সংগৃহীত হইয়াছে। বিদ্যালয়ে পদ্য
বিরল প্রচার, যদু বাবুর এই গ্রন্থ অনেক
শে সেই অভাব দূর করিতে সমর্থ হইয়াছে
যদু বাবু যে গুলি স্বয়ং রচনা করিয়াছেন
বং যে গুলি সংগ্রহ করিয়াছেন, উভয়েতে
তাঁহার সহৃদয়তার পরিচয় হইয়াছে।

৩। ধর্ম্মচর্চ্চা। ইহাতে গ্রন্থকারের ন
অথবা কোন্ যন্ত্রে মুদ্রিত হইয়াছে, তাহা লি
খিত নাই। বোধ হয়, কলিকাতা ব্রাহ্ম সম
হইতে ইহার মুদ্রণ ও প্রচারণ ক্রিয়া সম্পন্ন
হইয়াছে। ইহাতে ব্রাহ্ম ধর্ম্ম ঘটিত কয়েকটী
পদেশ আছে। একটী উপদেশ এস্থলে উদ্ধৃত
হইল।

পুত্রের প্রতি পিতার উপদেশ।

হে প্রিয়পুত্র! তুমি ঈশ্বরকে লক্ষ্য করিয়া স
কার্য্য সম্পন্ন কর, তিনি তোমার পিতা, মা
সুহৃদ; সকল স্থানে সকল অবস্থাতে তিনি তো
মার একমাত্র সহায় ও গতি, তাঁহাকে স
কর, সমুদায় জীবন তাঁহার কার্য্যে নিয়ো
কর, এক মুহূর্ত্তের জন্যও তাঁহাকে বিস্মৃত হ
থাকিও না তাঁহার জ্যোতি দৃষ্টি করিয়া
মাকে উজ্জ্বল কর, সর্ব্বদা সেই ভূমানন্দ
ভোগ কর, সংসারের কুটিলতা
খ করিয়া সেই পবিত্র স্বরূপের সহিত নি
সম্মিলিত হও। আমি যখন তোমাকে লা
পালন করিয়াছিলাম, তখন আমার মনে
আশা ছিল, যে পরমেশ্বরের প্রতি অনু
হইয়া তুমি আমার গৃহ উজ্জ্বল করিবে,
সেই আশা পূর্ণ কর। ঈশ্বর ভিন্ন তোমা
গতি নাই, তিনিই তোমার একমাত্র
তাহাতে প্রীতি করিবে, অনুরাগের সহিত তাঁ
প্রিয় কার্য্য সাধন করিবে, এইজন্য তুমি
পৃথিবীতে জন্ম গ্রহণ করিয়াছ; অতএব

[illegible] তাঁহাকে [illegible] হয়, সেই পরম পিতাকে কখন বিস্মৃত হইও না; তাঁহার আশ্রয়ে অনন্ত কাল থাকিলা উত্তম হইতে হইতে তিনিই ৫ [illegible] মাত্র আশ্রয়, তিনিই তোমার জীবন, সেই পরম সুহৃদকে কখন স্মরণ হইতে অন্তর করিও না। হে পরমেশ্বর! তুমি এই পুস্তককে আমার হস্তে সমর্পণ করিয়াছ, ইহার অবার্য্য জ্ঞানের প্রতি যেন সর্ব্বদাই তোমার দৃষ্টি থাকে, তুমি ইহার কোমল হৃদয়ে বিরাজ কর।

৩। আহিরিটোলার গবর্ণমেণ্ট সংক্রান্ত বঙ্গ বিদ্যালয়ের তৃতীয় সাম্বৎসরিক পরীক্ষা বিবরণ। এই বিদ্যালয় ১৮৫৭ অব্দে স্থাপিত হয়। ইহার ক্রমশঃ উন্নতি হইতেছে। পরীক্ষকগণ পরীক্ষা করিয়া সন্তোষ প্রকাশ করিয়াছেন। ইহা অধ্যক্ষ ও শিক্ষকগণের প্রশংসার বিষয় সন্দেহ নাই।

আগত।

২৮এ মাঘ সোমবার।

জেলা নদীয়া।

অদ্য রাণাঘাট হইতে কুষ্টিয়াতে আসিবার সময় ১ বগুলা, ২ কৃষ্ণগঞ্জ, ৩ রামনগর, ৪ চুয়াডাঙ্গা, ৫ আলমডাঙ্গা হইয়া কুষ্টিয়াতে আসিয়া উপস্থিত হইলাম। ইহার মধ্যে যে ক একটী ষ্টেশন আছে, তন্মধ্যে একটী ষ্টেশন অতিবৃহৎ। কৃষ্ণগঞ্জ পর্য্যন্ত মধ্যে মধ্যে অনেক অকৃষ্ট পতিত ভূমি আছে। শুনিলাম নীলকর মহাশয়দিগের দৌরাত্ম্যই ভূমি পতিত হইবার প্রধান কারণ। কৃষ্ণগঞ্জ হইতে আলমডাঙ্গা পর্য্যন্ত খেজুর, ধান্য, যব, ও নানা প্রকার কলাই সরিষা লঙ্কা প্রভৃতি অনেক দ্রব্য এবং স্থানে স্থানে ইক্ষুও উৎপন্ন হইয়া থাকে। ইহার মধ্যে মধ্যে দুই একটি নীলকুঠীও দেখিতে পাওয়া যায়। কিন্তু প্রজারা নীল বুনন না করাতে উহার অনেক গুলি অমনি পতিত রহিয়াছে।

285

কুষ্টিয়া।

এই কুষ্টিয়া নদীয়া জেলার অন্তর্গত। কলিকাতা হইতে এস্থান ৫২ ক্রোশ। এই গ্রামের উত্তরে গড়ুই নদী। ঐ নদী আমলার বিল হইতে নির্গত হইয়া উত্তরাভিমুখে গমন পূর্ব্বক পদ্মার সহিত মিলিত হইয়া অত্যন্ত প্রশস্ত ভাব ধারণ করিয়া পূর্ব্বদিকে গমন করিতেছে। সুতরাং ইহাকে কেহ কেহ পদ্মাও বলিয়া থাকে। এক্ষণে এই [illegible] বাষ্পীয় শকট গমনাগমন করিতেছে। যদিও পদ্মা উত্তর হইতে দক্ষিণবাহিনী হইয়াছে যথার্থ বটে, কিন্তু স্থানে স্থানে অত্যন্ত বক্র ভাব ধারণ করিয়াছে। উহার উত্তরে কুষ্টিয়া নামক একখানি গ্রাম আছে। ঐ খানে একটী থানা ছিল। থানা দক্ষিণ পারে আসাতে এক্ষণে এই স্থানকেই প্রায় সকলে কুষ্টিয়া এবং সামান্য লোকে ছোট কলিকাতা কহে। ইহাতে বোধ হয় এই স্থান সময় ক্রমে ছোট কলিকাতা নামে প্রসিদ্ধ হইতে পারিবে। এস্থানের উত্তর ও পশ্চিম সীমা গড়ুই নদী (এই নদী এখানে অতি অপ্রশস্ত, ইহার পশ্চিমে কমলাপুর গ্রাম) দক্ষিণ মহজমপুর। পূর্ব্বে বাহাদুরখালি গ্রাম। ইহার কিছু দিন পূর্ব্বে এই স্থান পাবনা জেলার অন্তর্গত ছিল। এক্ষণে নদীয়ার সামিল হইয়াছে। পদ্মা অতি ভয়ানক নদী। ইহার গর্ভে অনেক স্থান প্রবিষ্ট হইয়া অনেকের অনেক ক্ষতি হইয়া গিয়াছে। এখন এই নদীতে স্থানে স্থানে জল অতি অল্প। ইষ্টেশন হইতে ঈশান কোণে দৃষ্টি নিক্ষেপ করিলে বোধ হয় যেন বালুকাময় মরুভূমি ধূ ধূ করিতেছে এবং ঐ সকল চড়ার মধ্যে মধ্যে কৃষকেরা ধান্য রোপণ করিতে আরম্ভ করিয়াছে, জ্যৈষ্ঠ মাসের প্রারম্ভে কাটিতে উপক্রম করিবেক। উক্ত চড়া বর্ষাকালে প্লাবিত হইয়া সাগরের ন্যায় আকার ধারণ করিবেক।

285

কুষ্টিয়ার নিকটবর্ত্তি গ্রাম।

ইষ্টেশনের উত্তর পুরাতন কুষ্টিয়া, দক্ষিণ মেবপুর, গোপীনাথপুর ও মিয়ানগর। এই সকল গ্রামে কামার কুমার চাষাধোপা শুঁড়ি কৈবর্ত্ত প্রভৃতিই অধিকাংশ। ইহার মধ্যে কুষ্টিয়াতে ৩। ৪ ঘর ব্রাহ্মণ আছে। পশ্চিমে গড়ুই নদীর উত্তর তীরে মজমপুর [illegible] পুর কল্যাণনগর সারটে ও উজিবাড়ি। এই সকল গ্রামে ব্রাহ্মণ ও কায়স্থ তেলি ও শুঁড়ি প্রভৃতি অনেক প্রকার জাতি বাস করে। তন্মধ্যে উজিবাড়িতে ব্রাহ্মণের সংখ্যা অধিক। দক্ষিণে চৌরহাস ও জগতী। এই দুই গ্রামে ব্রাহ্মণ কায়স্থ ও তেলি প্রভৃতি সকলেই কিছু কিছু আছে। তাহার মধ্যে কায়স্থের ভাগ অ[illegible] (কি [illegible] পূর্ব্বে [illegible] এই দুই গ্রাম ব্রাহ্মণ [illegible] দৌরাত্ম্যে [illegible] মধ্যে মধ্যে [illegible]

[illegible] কুষ্টিয়া [illegible] এক ক্রোশ [illegible] তাহাদের [illegible] ৩০০০ [illegible] লোকদিগের [illegible] সংখ্যার অতি [illegible] বালকের লোকদিগের [illegible] শিক্ষা [illegible] বিষয়ে [illegible] বিদেশির [illegible] থাকে।

এতদ্দেশের ভূমি অতি [illegible] ধান্য, তিসী, সর্ষপ, যব এবং [illegible] প্রভৃতি [illegible] শস্য উৎপন্ন [illegible] [illegible] ও তামাক [illegible] [illegible] লোকের [illegible] অতি অল্প, [illegible] হইতে পারে না। পুষ্করিণী [illegible] জল পাওয়া যায়, কিন্তু [illegible] পারে না, নদীর মধ্যে [illegible] সুতরাং সকলেই নদীর জল [illegible] হয়। এই সকল গ্রাম কতক বাবু রামরতন রায়ের, কতক ঐ সকল কেনি সাহেবের। আমকাঠি নীলকর কেনি সাহেবের [illegible] সুখ সম্বন্ধে প্রজারা [illegible] তাহা বর্ণন করা বাহুল্য মাত্র। সাহেবের অনবরত দুটী একটি নীল[illegible] এই নীল প্রদেশের দরিদ্র প্রজাদিগের সর্ব্বনাশ করিলে সহৃদয় ব্যক্তি মাত্রেরই শোক ও করুণা [illegible] তাহার সন্দেহ নাই। এখনও [illegible] সাহেব প্রজাদিগের উপর এক [illegible] করিতে ত্রুটি করিতেছেন [illegible] ছোট আদালতের জজ ও ম্যা[illegible] নীলকরদিগের প্রতি পূর্ব্বে [illegible] ছিলেন, বোধ করি উঁহারা [illegible] হইয়া; মাজিষ্ট্রেট সাহেব [illegible]

[illegible] নিকে টানিতেছেন। [illegible] অনেক লোক বলেন, এক্ষণে [illegible] করিলে ভাল হয়। এক্ষণকার [illegible] বাঙ্গালি। তিনিও সাহেবদিগের [illegible] করিয়া থাকেন। যাহা [illegible] ব্যবসায়িদিগের সহিত প্রজাদিগের [illegible] একাকেলি [illegible] প্রজাদিগের প্রতি [illegible] করিতেছেন, তাহার কি যুক্তি [illegible] গবর্ণমেণ্ট কেবল সাহেবদের সুখী [illegible] ব্যবসায়িদিগের কথা ও বিচারালয় [illegible] ইহা অপেক্ষা প্রাধান্যে [illegible] এবং একযোগে থাকা ভাল। অপেক্ষার নিকট বিশেষতঃ প্রাধান্যিক [illegible] হইলাম, [illegible] হইয়া বিচার করিতেছেন [illegible] হইতেছে সন্দেহ নাই।

[illegible] আদালত [illegible] কাছারি এবং [illegible] রাজারা [illegible]। এই নিমিত্তই [illegible] অবস্থা বড় ভাল [illegible] ও উৎসাহ [illegible] শুনিলাম [illegible] চলিতেছে। [illegible] মনোযোগ [illegible]।

বিবিধ সংবাদ।

২ ই ফাল্গুন সোমবার

হিন্দুস্থানী অযোধ্যার [illegible] অভিনন্দন পত্র [illegible] তাঁহারা কানপুরে লার্ড [illegible] করেন। অযোধ্যার [illegible] গবর্ণর জেনরল [illegible] তাঁহাদিগকে বলিলেন [illegible] অধিকের উৎকর্ষ সাধন [illegible] শক্তি প্রজাদিগের [illegible] সম্পন্ন করিয়া বিশেষ [illegible] লার্ড এলগিন [illegible] তাঁহার সকল উৎকর্ষ সাধিত [illegible] তিনি [illegible] গবর্ণর জেনরল [illegible]

[illegible] হইয়াছেন। গবর্ণর জেনরল কলিকাতার প্রত্যাগমন করিবার সময়ে লক্ষ্ণৌ দর্শন করিয়া আসিবেন অঙ্গীকার করিয়াছেন।

ফ্রিলীগেজেটের এক জন পত্র প্রেরক রাজপুতনার বণিকদিগের অসঙ্গত ব্যয় করিবার চেষ্টার প্রতিবাদ করিয়াছেন। কলিকাতায় যে সকল দ্রব্য ২০০ টাকায় পাওয়া যায় তাহা তথায় ১৪০০ টাকায় বিক্রীত হইয়া থাকে। তত্রত্য রাজারা এই সকল দুষ্টদিগের দ্বারা প্রতারিত হন। এতদ্দেশীয় রাজারা বিবেচনা করেন, উচ্চমূল্যে দ্রব্য ক্রয় করা মহত্ত্বের কার্য্য।

ফ্রিণ্ডগেজেট বলেন, পঞ্জাবের রেইল ও-য়েকর্মচারিরা অতিশয় অত্যাচার আরম্ভ করিয়াছেন। ইহাঁরা সকল স্থানেই সমান মূর্ত্তি ধারণ করিয়া থাকেন।

বম্বেগেজেট বেগার ধরিবার প্রতিবাদ করিয়াছেন। উত্তরপশ্চিমাঞ্চলে সেনাগণকে স্থানান্তরিত করিবার সময়ে মুটিয়া ও গরুর গাড়ির গাড়োয়ানদিগকে অতিশয় কষ্ট সহ্য করিতে হয়, অথচ তাহারা উচিত ভাড়া পায় না। এই জঘন্য প্রথাটী ক্রমশঃ অসহ্য হইতেছে। বেগার নিবারণের জন্য যে বিল অর্পণ করা হয় তাহার কি হইল?

পুনা অবজারবর বলেন যে সুব্রহ্মণ্যকে ছোট আদালতের জজ কানবা রুদ্ধ করিয়াছিলেন সে আপীল করিয়া মুক্ত হইয়াছে। পুনার সেসিয়ন জজ বায়ণ মার্শেল কানবার অত্যাচারের বিষয় প্রধানতম বিচারালয়কে অবগত করিয়াছেন। উনি না ঐ আদালতের এক জন উপযুক্ত বিচারপতি?

আল্লাহাবাদ গেজেট বলেন কৌম্বল সাহেব মধ্যভারতবর্ষের ভূমির বন্দোবস্ত শেষ করিয়াছেন। তিনি এক্ষণে লক্ষ্ণৌ পুরে আছেন।

বিলাস, জেনবা, টিফ্লিশ প্রভৃতি স্থানে রুষ আইকেলেবরের একটী প্রতাপশালী প্রতিমূর্তি [illegible]। টিফ্লিশে উক্ত রাজনীতিজ্ঞের [illegible] আরও একটি বাটী হইতেছে। [illegible] অধ্যাপক ও হরিনের স্মরণার্থ একটি সাধারণ বাটী নির্ম্মাণ করিতে সমর্থ হইলাম না। [illegible] দেশীয় ভাষায় সমাজের মুসলমানের আচার [illegible] তাঁহারা সাধারণের কাছে টাকার প্রার্থনা করিয়াছেন। এই সমাজ [illegible]

[illegible] উপকার করিতেছেন, অতএব তাঁহাদিগের সাহায্যার্থ সকলেরই কিছু কিছু দেওয়া কর্ত্তব্য।

[illegible] এক জন [illegible] লিখিয়াছেন অত্রত্য বন্যেরা বাঙ্গালী কর্ম্মচারিদিগকে বধ করিতে আরম্ভ করিয়াছে। [illegible] কয়েক জন ইউরোপীয় বাঙ্গালী [illegible] শ্রেণীর কয়েদি এক স্থানে পরিবর্ত্ত [illegible] গমন করে। প্রথমতঃ বন্যেরা অতিশয় [illegible] প্রদর্শন করিয়া তাহাদিগের সহায়তা [illegible] ছিল কিন্তু হঠাৎ এক জন বাঙ্গালী [illegible] রাত্তে কয়েকজন বন্যকে গুলি করা হয়। [illegible] দ্বারা তন্নিমিত্ত অতিশয় গোলযোগ আরম্ভ [illegible] হইয়াছে। হত্যাকারিকে ধৃত করিতে [illegible] তাহার সহচরদিগকে বধকরা অতি অন্যায় হইয়াছে। এরূপ করিলে বন্যেরা কখনই [illegible] ভাব প্রকাশ করিবে না।

ঢাকাপ্রকাশ বলেন বিক্রমপুর নিবাসী সার্ব্বভৌম উপাধিধারী এক পণ্ডিত [illegible] পুত্রের উদ্বাহ ক্রিয়া নিষ্পাদনার্থ একটি ব্রাহ্মণ কন্যাকে হরিকরিয়া আনাতে তাহার [illegible] তাহার আত্মীয়েরা নালিস করেন। [illegible] তন্নিমিত্ত সেই কন্যাকে তাঁহাদিগের হস্তে সমর্পণ করিতে বাধিত হন। ঢাকাপ্রকাশ [illegible] লেন যে কেবল কুলিত পণগ্রহণ প্রথাই সার্ব্বভৌম মহাশয়ের তাদৃশ অসদাচরণের মূল কারণ। আমাদিগের মতে সমুদায়ের মূল কৌলীন্য।

আমরা শুনিয়া অতিশয় দুঃখিত হইলাম চট্টগ্রামের বিদ্যালয়ের অধিকাংশ দগ্ধ হইয়াছে। বিস্তর দেশ কেদারা প্রভৃতি নষ্ট হইয়াছে। সৌভাগ্যবশতঃ পুস্তকালয় রক্ষা পাইয়াছে।

১৩ ই ফাল্গুন মঙ্গলবার।

ঢাকা নিউস বলেন রোটাস দুর্গের পার্শ্বে [illegible] ক্রোশ দক্ষিণে শোণ নদের এক টাইকাল সেতু নির্ম্মিত হইবে, ইহাতে দুইলক্ষ টাকা [illegible] হইবে অনুমান করা হইয়াছে। ইহার কার্য্য আরম্ভ হইয়াছে।

শোণনদের নিকটে প্রস্তরময় পথ [illegible] নির্ম্মাণ পর্য্যন্ত সম্পূর্ণ হইবে।

ফ্রিণ্ডঅবইণ্ডিয়া বলেন একটী ১০ বৎসরের [illegible] বালক আর একটী বালকের [illegible]

প্রকাশ করিয়া পাকুন। জেয়াইয়ুক হাত প্রাণ সংহার করিয়াছে। অর্থহত হত বালকের পিতা মাতা গবর্ণরের নিকট আবেদন করিলে- গবর্ণর কাজির সহিত পরামর্শ করিয়া বলিলে এক হত্যা করিব মনে করিয়া অপর বালকের প্রাণ সংহার করে নাই, অতএব উহার প্রাণ দণ্ড না লইয়া ১০০০ টাকা দণ্ড করা গেল। গবর্ণর ঐ শিশুর পিতৃসম্পত্তি আনয়ন করিয়া তিন ভাগে বিভক্ত করিতে কহিলেন। এক ভাগ মৃতশিশুর পিতা মাতাকে দেওয়া হল; আর এক ভাগ হত্যাকারি বালকের পিতার রহিল। আর এক ভাগ রাজ ভাণ্ডারে প্রেরিত হইল। শিশুর অপরাধে শিশুর পিতা সম্পত্তি গেল! কি চমৎকার বিচার।

উক্ত সম্পাদক আরও বলেন ঢাকায় অনাবৃষ্টি হইয়া গিয়াছে।

ফিনিক্স বলেন পোষ্ট আফিসের যে নূতন বাটী হইবার কল্পনা আছে, তাহা এবৎসর আরম্ভ হইবে না। ইহাতে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় হইবে।

তিনি আরো বলেন, ১১ ই ফেব্রুয়ারি গবর্ণর জেনেরল আগরায় একটি দরবার করিয়াছিলেন। তথায় গোয়ালিয়রের মহারাজ প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, জয়পুরের মহারাজ স্বীয় মন্ত্রী ও অনুচরগণের সহিত কলিকাতায় যাত্রা করিয়াছেন। আসিবার সময় আলাহাবাদ ও বেনারস দিয়া আসিবেন, এবং এখানে হইতে জিনারে অপরাধ দেখিতে যাইবেন।

আলাহাবাদ গেজেট বলেন তথায় শীঘ্র ব্যাঙ্ক খুলিবে। তথায় একটি বৃহৎ কুঠী হইবে, সেই স্থানেই ইহার কার্য্য হইবে।

২০ জন লোক খিদিরপুর হইতে নৌকারোহণে বড়বাজারের ঘাটে যাইতেছিল, পথমধ্যে রাত্রি হওয়াতে মাজিরা অন্ধকারে দেখিতে না পাওয়াতে নৌকা দুর্গতির ঘাটে লাগিল, তাহাতে অত্যন্ত প্রবল স্রোতে ঐ নৌকা জলমগ্ন হইল। ষ্টীমারের কাপ্তেনের যত্নে আরোহিরা সকলেই রক্ষা পাইয়াছেন। কেবল এক বৃদ্ধ ব্রাহ্মণকে পাওয়া যায় নাই।

১৩ই ফাল্গুন বুধবার

ফিনিক্স বলেন, লাঙ্কেসায়েরের দুর্ভিক্ষ নিবারণার্থ কলিকাতা হইতে প্রায় ৩৮০০০০ টাকারও অধিক প্রেরিত হইয়াছে।

উক্ত পত্র আরো বলেন, গবর্ণর জেনেরলের দরবার দিল্লীতে না হইয়া মিরাটে হইবে। উত্তম বিবেচনা হইয়াছে, তথায় দরবার করিলে দিল্লীর অবমাননা করা হইত।

উক্ত পত্র অযোধ্যার বিচার কার্য্য সংক্রান্ত প্রচারিত রিপোর্ট দেখিয়া লিখিয়াছেন ১৮৬১। ৬২ অব্দে তথায় পুলিস কার্য্য নির্বাহার্থ প্রায় ২১১৯৫০২ টাকা ব্যয় হইয়াছে।

১২ই জানুয়ারি সম্রাট নেপোলিয়ন একটী বক্তৃতা করিয়া ফ্রান্সের ব্যবস্থাপক সভার কার্য্য আরম্ভ করিয়াছেন। তাঁহার বক্তৃতায় লোকে সন্তোষ প্রকাশ করে নাই।

হাইরত কেশ বলেন, স্ট্র্যান্ড রোডে পুরাতন পোষ্ট আফিসের নিকটে প্রধানতম বিচারালয়ের বাটী নির্ম্মাণ শীঘ্র আরম্ভ হইবে। কলিকাতার ডেপুটী কালেক্টর অনুমতি দিয়াছেন যে অদ্যাবধি ১৫ দিনের মধ্যে তত্রত্য লোকদিগকে উঠিয়া যাইতে হইবে। গবর্ণমেণ্ট প্রধানতম বিচারালয়ের জন্য ঐ ভূমি ক্রয় করিলেন।

উক্ত পত্র ইণ্ডিয়ান ফিল্ড দেখিয়া লিখিয়াছেন সম্প্রতি বাংলা শিক্ষক সাহেব ভূতপূর্ব সদর আদালতের সিরিস্তাদারের পদ উঠাইবার জন্য গবর্ণমেণ্টে অনুরোধ করিয়াছেন।

সমাচার হিন্দুস্থানী বলেন গবর্ণর জেনেরল প্রত্যাবৃত্ত হইতেছেন। এক দিন রাত্রিতে তাজমহল আলোকপূর্ণ হইয়াছিল। লার্ড এলগিন ও লেডি এলগিন তদ্দর্শনার্থ গিয়াছিলেন। তথায় অধিক সংখ্যা লোকের সমাগম হইয়াছিল। ২৪২

তিনি আরো বলেন ফরাসী গবর্ণমেণ্ট তন্তুবায়দিগের দুঃখ ক.বল জানিবার নিমিত্ত ব্যক্তিকে আদেশ করিয়াছিলেন। তিনি বলেন এক ডিপার্টমেণ্টে তুলার অভাবে প্রায় ৩১০০০০ লোক নিষ্কর্ম্মা হইয়া রহিয়াছে। পারিসে চাঁদায় ৮০০০০ টাকা মাত্র উঠিয়াছে।

১৪ ই ফাল্গুন বৃহস্পতিবার।

পঞ্জাবের চা-করেরা চায় বীজ ও চারা নূতন কৃষক দিগকে বিনা মূল্যে প্রদান করিবার সঙ্কল্প করিয়াছেন, তাঁহাদিগের অনুসারে পঞ্জাব গবর্ণমেণ্ট বীজ ক্রেতার টাকা প্রত্যর্পণ করিবার আজ্ঞা দিয়াছেন। আর একটি আনন্দের সংবাদ তথায় কয়েক জন এতদ্দেশীয় চা-কর হইয়াছেন। কয়েক জন নীলকরও হইয়াছেন। নীলের চাষও ক্রমশঃ বর্দ্ধিত হইতেছে। অল্প দিনের মধ্যে বঙ্গদেশে সর্ব্বশেষে হইবে।

বঙ্গদেশে নীলের চাষ এক প্রকার বন্ধ হওয়াতে কলিকাতার নীলকর কোম্পানি সিন্ধুদেশে এক জন কর্ম্মচারিকে প্রেরণ করিয়াছেন। তথায় নীল হইতে পারে কি না ইহা জানা তাঁহাদিগের অভিপ্রেত। আমীরদিগের মতে উক্ত প্রদেশে বিস্তর নীল জন্মিত। যদি কৃষকদিগের লাভ দেখাইয়া না দিতে পারে নীলকরেরা কোনস্থানেই কৃতকার্য্য হইতে পারিবেন না। ২৪৭

আটিয়ার পেপর বলেন, মেরুদেশের উপকূলে এক খানি এতদ্দেশীয় জাহাজ চৌদ্দিকের তার ও কয়েক জন এত্যাদি আরোহী আনিতেছিল। উপকূলে দ্রব্য নামাইবার নিমিত্ত জাহাজ লাগাইলে চৌকিদারে চারিয়া বলপূর্ব্বক যাত্রীদিগের দ্রব্য লইয়া লইয়াছিল। এবিষয়ে বারীন করিতে গবর্ণমেণ্ট ইহার অনুসন্ধান করিতেছেন। এক্ষণে প্রকাশ পাইতেছে এক জনের দোষে এই অত্যাচার ঘটিয়াছিল। অপরাধী মৃত প্রায় হইয়াছে। এখন জাহাজ প্রভৃতি দেখাদোপ করা সহজ সম্বন্ধে ছিল।

উক্ত পত্র আরও বলেন, সিন্ধুদেশে পুষ্প শাক পালের উপদ্রব হইয়াছে।

মিসর দেশের নূতন পাসা কর্ত্তা পাসা উত্তম রূপে রাজ্য শাসন করিতেছেন। তিনি স্বব্যয়ার্থ ক্রোড়পত্র সাধারণ হইতে টাকা না লইয়া আপনার ব্যয় করিয়া লইয়াছেন। সম্প্রতি বিদেশীয়দিগের অত্যধর্ম্ম সম্বন্ধে, তিনি যদি যে কিছি কিমটি বিদেশ কার্য্য করিতে মতঃ নিজের ব্যয় নির্দ্ধারণ, সাধারণ ক্লেশ, এবং সুলতানের মত লইয়া রাজ করিবেন। পাসা বলপূর্ব্বক মজুর ধর করিয়াছেন। সুয়েজের খালের বিষয় বিশেষ বন্ধ নাই

শনিবার আলিগড় পর্য্যন্ত রেইলওয়ে
হ।
। বার্টল ফ্রিয়ার কানাড়ার নূতন বন্দর
র পত্তন দর্শনার্থ গমন করিয়াছেন।
হারাজ সিন্ধিয়া বোম্বাই দর্শনের অ...
প্রাপ্ত হইয়াছেন। লেপ্টনন্ট এ, জি, সে
তাহার সঙ্গে যাইবেন।
প্রাক এথিনিয়ম বলেন সুদাগলে ন ...
হায়দরাবাদে মান্দ্রাজ ও বোম্বাইয়ের
লওয়ে মিলিত হইবার সম্ভবনা আছে।
র ইংলণ্ডীয় গবর্ণমেন্টের বিবেচনার্থ
শ করা হইয়াছে। এদিকে ধল গ্রাম পর্য্য
রইলওয়ে হইয়াছে। বর্ষাকালের পূর্ব্বে
পুরের রেইলওয়ে মলনাপুর পর্য্যন্ত খুল
ম্বির হইয়াছে। লাকে তিন বৎসরের মধ্যে
াজ ও ভারতবর্ষীয় রেইলওয়ে জব্বলপুরে
লত হইবে। মুজাপুর পর্য্যন্ত রেইলওয়ে
বার যে কথা ছিল তাহার ও বুঝি সে দুর
দুর হইল ?
ম্পনা হইতেছে পঞ্জাবের সিবিলিয়ানেরা
লণ্ডীয় ব্যবস্থা বিদ্যালয়ে শিক্ষা করিবার
সাত বৎসর কর্ম্ম করিয়া তিন বৎসরের
ায় পাইবেন। প্রথমেই সুন্দর রূপে ব্য
াপক হইয়া নিযুক্ত হইলে কি ন্যায়ের সাধব
পরিশুদ্ধ বিচার ক্রিয়া সম্পাদিত হয় না ?
নর বিখ্যাত বণিক গ্রিণ সাহেবের মৃত্যু
তাঁহার তুল্য ধনী বণিক ইংলণ্ডে
আছেন।
জাপানের ধনী ব্যক্তিরা কয়েক খানি বা-
র জাহাজ ক্রয় করিয়া বাণিজ্য আরম্ভ ক
রাছেন। তথা হইতে প্রকাশে বিস্তর নীল
চাউল প্রভৃতি রপ্তানী হইতেছে। বিদেশে
িজ্যের আবশ্যকতা সকলেই বুঝিতেছেন
তদনুসারে কার্য্য করিতেছেন। কিন্তু এবি
র বুদ্ধিমান মূর্খ কেবল বঙ্গদেশেই পাওয়া
।
ইংলিসম্যান বলেন, গবর্ণমেন্ট যাবতীয়
তেন্সির মিলেটারি অফিস কণ্ড বহস্তে
করিতেছেন।
এণ্ড অব ইণ্ডিয়া বলেন আরাকাণ, রে
মৌলমিনের লোকেরা মিউনিসিপাল
অসন্তুষ্ট হইয়াছেন। তথায় কলিকা
য় বাটীর কর অর্থাৎ শত করা ৭॥
ওয়া হইতেছে। রেঙ্গুনের গাড়ীর টাক্স
র দ্বিগুণ। নিয়ম কর্ত্তার অবিবেচনা
অতি হিতকর বিষয়ও লোকের
র হেতু হইয়া উঠে।
নামক এক জন ইউরোপীয় আপনা
খাতায় জাল খরচ লিখিয়া পলায়ন
তাকে ধৃত করিবার জন্য পুলিশ
না বাহির হইয়াছে।

সংবাদ আসিয়াছে আনামে বিদ্রোহ উপস্থিত হইয়াছে। ফরাশীদিগের হস্তে কেবল সেগান নগর মাত্র আছে বিদ্রোহীরা তাহাও আক্রমণ করিবার উদ্যোগ করিতেছে। ফরাশীরা ১৮৫৭ অব্দের পূর্ব্বে ভারতবর্ষীয় গবর্ণমেন্টের ন্যায় অতি সোকপ্রযুক্ত এই সঙ্কটে পড়িয়াছেন।

১৩ই ফাল্গুন শুক্রবার।

ফিনিক্স বলেন গবর্ণমেন্ট ভারতবর্ষের বর্ত্তমান বলন্টিয়র সৈন্য দিগকে ১৮৫৭ অব্দের ২৩ আইনের অধীন হইবার আদেশ করিয়াছেন।

তিনি আরো বলেন উত্তর পশ্চিমাঞ্চলের কারাগৃহের বাস নির্ব্বাহার্থ ২৯০০০ টাকা কর্জ্জ হইয়াছে। তথায় প্রায় ১৩টী জেল আছে।

টাইমস অব ইণ্ডিয়া বলেন বরোদা রেলওয়ে কোম্পানির কনসল্টিং ইঞ্জিনিয়র কর্ণেল কেনেডি আগামি মেলে ইংলণ্ড হইতে আসিবেন।

সিলিমেন্ট ইনকোয়ারার বলেন, ৬৯ বৎসর বয়স্ক এক বৃদ্ধা স্ত্রীর গর্ভে একটী সন্তান জন্মিয়াছে। উহার স্বামির বয়স ৭৪ বৎসর। সিলিমেন্ট ইনকোয়ারের বাক্যে সন্দেহ করা আমাদিগের উচিত হয় না, কিন্তু বোধ হয়, অনেকে ঐ কাণ্ডকে অনৈসর্গিক বোধ করিয়া উহার বাক্যে অনাদর করিবেন।

ঢাকাবার্ত্তাপ্রকাশিকা বলেন মাণিকগঞ্জের ডেপুটী মাজিষ্ট্রেট ঢাকাপ্রকাশ সম্পাদকের নামে জাইণ্ট মাজিষ্ট্রেটের নিকটে যে নাইবেল নালিশ করেন, জাইণ্ট মাজিষ্ট্রেট তাহাতে সম্পাদকের ১০০ টাকা দণ্ড করিয়াছেন। বার্ত্তাপ্রকাশিকা বলেন, মাজিষ্ট্রেট পক্ষপাত করিয়াছেন। আমরা দূরে আছি, পক্ষপাতের কথায় অনুমোদন করিতে পারি না, কিন্তু আমরা একথা বলিতে পারি, ঢাকাপ্রকাশ ডেপুটী মাজিষ্ট্রেটের যে নিন্দা করিয়াছেন, তাহা কেবল দ্বেষমূলক নহে।

১৭ ই ফাল্গুন শনিবার।

চীন দেশ হইতে সম্বাদ আসিয়াছে, সিকিয়াঙ প্রদেশে বিদ্রোহিদিগের সহিত রাজসেনাগণের এক যুদ্ধ হয়। তাহাতে রাজ সেনাগণ সম্পূর্ণরূপে পরাস্ত হইয়াছে। ফরাশী অফিসরেরা রণ স্থলে রাজ সেনাগণকে লইয়া যান। একটী কামান ফাটিয়া তিন জন অফিসরের প্রাণ বিয়োগ হয়।

গবর্ণর জেনরল স্থানে স্থানে দরবার ও স্থানে স্থানে বক্তৃতা করিতেছেন। কিন্তু তাঁহার আগরার বক্তৃতাটী আমাদিগের নিতান্ত অপ্রীতিবিধায়িনী হইয়াছে। দেশবিদ্রোহ অথবা প্রজাগণের হৃদয়ে ভয় প্রদর্শন করা দরবার করিবার উদ্দেশ্য নয়, ইংলণ্ডেশ্বরীর প্রতিনিধি সভাস্থলে দরবার ও রাজগণ... আহ্বান করিয়া সম্মান বর্দ্ধন করিলে ব্রিটিশ গবর্ণমেন্টের প্রতি তাঁহাদিগের ভক্তি ... প্রীতি হইবে ইহাই দরবার করিবার উদ্দেশ্য। কিন্তু গবর্ণর জেনরলের আগরার বক্তৃতা দ্বারা রাজা ও সরদার গণের অপমান করা হইয়াছে। আগামি বারে আমরা কিঞ্চিৎ বি... স্তারিতরূপে এ বিষয়ের পুনঃ প্রসঙ্গ করিব।

ফিনিক্স বলেন বোম্বাইয়ের প্রধানতম বিচারালয়ের কর্ম্মচারিরা পূর্ব্বমত ফী না পাইয়া নির্দ্ধারিত বেতন পাইবেন টেলর সাহেব ... সে ৩১০০ প্রধান রেজিষ্টর কাপ্লটন ... ২৫০০ এবং আপিলিএট কোর্টের রেজিষ্ট... পিনহি ২১০০ সহকারী রেজিষ্টর মারিয়াট ... টাকা পাইবেন। ইন্টরপিটরদিগের ও বেত... বৃদ্ধি হইবে।

তিনি আরো বলেন জয়পুরের ... অপনার প্রধান মন্ত্রী পণ্ডিত শিবদীন ... এজেন্ট কর্ণেল ব্রুক সাহেবের সহিত ... তত্রত্য গবর্ণমেন্ট কালেজ দর্শন করিয়া ... কার উন্নতির নিমিত্ত ...০ প্রদান করিয়াছেন।

তিনি আরো বলেন বৃহস্পতিবার গবর্ণর জেনরল ও লেপ্টনন্ট গবর্ণর ডাক্তরদের ... দান দেখিতে গিয়াছিলেন, সেখানে প্রায় ৭০০ ৮০০ ছাত্র উপস্থিত হইয়াছিল।

বোম্বাইয়ের সভার সেক্রেটারি ... সভ্য গণের সম্মতি ক্রমে, সর চার্লস উ... লিয়নকে ভারতবর্ষীয় ব্যবস্থাপক স... কিনান্সিয়াল মেম্বর হইয়াছেন বলিয়া এক... নি অভিনন্দন পত্র প্রদান করিয়াছেন। ... চার্লস ট্রিবিলিয়ন ও সাদরে তাহা গ্রহণ ... রা তাঁহাদিগকে ধন্যবাদ প্রদান করিয়াছেন।

বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভা

১০ ই ফাল্গুন শনিবার।

আসাম, কাছাড় ও ...... মহ... দিগে সিলেক্টকমিটী যে রিপোর্ট করিয়া... ইডেন সাহেব তাহা সভায় অর্পণ করিলে... অনেক তর্ক বিতর্কের পর এই বিল সা... র গোচরার্থ প্রকাশিত হইল। দুই মাস... ইয়া পুনর্ব্বার বিবেচিত হইবে।

ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভা।

১১ ই ফাল্গুন বুধবার।

ধর্ম্মালয়ের সম্পত্তির উপর গবর্ণমেণ্টের সংস্রব পরিত্যাগ বিষয়ক বিলে সিলেক্ট কমিটী যে রিপোর্ট করিয়াছেন, বঙ্গদেশীয় লেপ্টেনণ্ট গবর্ণর তাহা সভায় অর্পণ করিলেন। উহা বিধিবদ্ধ হইল

ব্যক্তি অথবা সম্প্রদায় বিশেষের সাধারণের হিতকর কার্য্যের জন্য ভূমি লইবার বিলে সিলেক্ট কমিটি যে রিপোর্ট করিয়াছেন, হারিংটন সাহেব তাহা সভায় অর্পণ করিলেন উহা বিধিবদ্ধ হইল।

যে সমস্ত ভূসম্পত্তি হইতে সদর মালগুজারি হয় তদ্বিষয়ক যে বিল হইয়াছে হারিংটন সাহেব তৎসংক্রান্ত সিলেক্ট কমিটির রিপোর্ট অর্পণ করিবার প্রস্তাব করিলেন। এই রিপোর্ট অর্পিত হইলে বিল বিধিবদ্ধ হইল। ১৮৭৯ অব্দের ১০ আইন সংশোধন বিষয়ক বিল যাহা উত্তর পশ্চিমাঞ্চলে চলিবে বিধিবদ্ধ হইল। আগ্রা, বেঙ্গল, মৌলমিন প্রভৃতি স্থানে দেওয়ানী আদালত স্থাপিত করিবার বিল ও বিধিবদ্ধ হইল।

এতদ্ভিন্ন আবকারী বিল ও সওদাগরী জাহাজের নাবিকদিগের বিল বিধিবদ্ধ হইল।

মেইন সাহেবের প্রস্তাবানুসারে সিঙ্গাপুর প্রভৃতির মিউনিসিপাল বিল বিধিবদ্ধ হইল।

হিলিন সাহেব কেজিষ্টরি করিবার বিল অর্পণ করিয়া সিলেক্ট কমিটির হস্তে অর্পণ করিলেন।

হারিংটন সাহেব পতিত ভূমির উপর স্বত্ব দেওনার বিল অর্পণ করিলেন। ইহা বিধিবদ্ধ হইল।

প্রধানতম বিচারালয়ের মফঃস্বলের হস্তে যে সকল কার্য্য আছে, মেইন সাহেবের প্রস্তাবানুসারে তাহা শীঘ্র নিষ্পত্তি করিবার বিল এক কালে বিধিবদ্ধ হইল।

ইউরোপীয় সমাচার।

লণ্ডন ২৯এ জানুয়ারি—আমেরিকার উত্তরাংশের সৈন্যেরা বিকসবর্গে পরাস্ত হইয়াছে।

দক্ষিণাংশের সেনারা পরাজিত হইয়াও গাল ভষ্টন ও টেক্সাস পুনর্ব্বার অধিকার করিয়াছে। কেণ্টাকির গবর্ণর দাস বিক্রয় রহিত করিবার ঘোষণা করিয়া দিয়াছেন। ফরাসী সম্রাট আমেরিকার কংগ্রেস সভায় সন্ধির প্রস্তাব করিয়াছেন। কার্য্যাধিকৃত পোলাণ্ডে বিদ্রোহ এবং রুষিয়া ও সংলগ্ন দেশের পরস্পর বিরোধ উপস্থিত হইয়াছে। নেপলসের এক বড় [illegible] হইয়াছিল, তাহা নির্ব্বাণ হইয়াছে।

লণ্ডন ২ রা ফেব্রুয়ারি—গ্রীক সভায় হইতে [illegible] নির্ব্বাচন করিবেন, ওয়াশিংটন [illegible] দিগের নিকট স্বীকার করিয়াছেন

নিউইয়র্ক ১৭ ই জানুয়ারি—সেনাপতি [illegible] পদচ্যুত হইয়াছেন। সেনাপতি ব্রাগ সেনাপতি রোজেন্স ক্রাম্পসকে আক্রমণ করিবার জন্য সৈন্য সমভিব্যাহারে টেনেসি প্রবেশ করিয়াছেন। উত্তরাংশের সেনারা আরকেন্সস পোষ্ট অধিকার করিয়াছে। দক্ষিণাংশের গান্ত হাজার সৈন্য ইহার হস্তে আত্মসমর্পণ করিয়াছে। সেকস পোর্টের নিকট আরো শ্রীনের নিংবালম গ্রহণ করিয়াছেন শতকরা ৫ টাকা ডিসকাউণ্ট হইয়াছে

সীমার পদ প্রদানের যে জনরব হয়, তাহা অলীক বলিয়া প্রতিপন্ন হইয়াছে।

লিঙ্কন বিদেশ ইংলণ্ডের মধ্যস্থতা প্রস্তাব অনুমোদন করেন নাই। তিনি বলেন, দাস ব্যবসায় দক্ষিণাংশের বিদ্রোহের কারণ।

দক্ষিণাংশের সেনারা মেম্ফিসবর্গ হইতে টালাহোমায় নীত হইয়াছে

বিদেশ হইতে সংবাদ আসিয়াছে যে ইহাদিগের অগ্রগমনে সেনাপতি ব্রাগ মূর্ফ্রীসবরো পরিত্যাগ করিয়াছে। ইহারা জল ও স্থলে গালভষ্টন ও টেক্সাস আক্রমণ করিয়াছে। দক্ষিণাংশের সেনারা ৫ খান ষ্টীমার দ্বারা উত্তরাংশের যুদ্ধ জাহাজ সকল আক্রমণ করে। আক্রান্ত জাহাজের এক খানি গৃহীত হইয়াছে। অবশিষ্ট সমুদয় নিউ অর্লিয়ন্সে পলায়ন করিয়াছে।

দক্ষিণাংশের সেনারা স্প্রিংফিল্ড অধিকার করিয়াছে। তথায় অনেক [illegible] যুদ্ধসামগ্রী আক্রমণকারিদিগের হস্তগত হইয়াছে।

উত্তরাংশের সরকারি চিঠি দ্বারা প্রকাশ হইয়াছে, দক্ষিণাংশের সেনাগণ পরাস্ত হইয়াছে।

বরণসাইড সেনাদিগের নিকটে বক্তৃতা করিবার সময়ে বলিয়াছেন কারোলিনা, আরকান্সাস ও টেনিসিতে যে সকল যুদ্ধ হইয়াছে তাহাতে ও তাহাদিগের পরাজয় হইয়াছে তাহারা এক্ষণে হীনবল হইয়া ব্রাগানকের নিকটে আছে অতএব তাহাদিগকে নষ্ট করিবার এই প্রধান সুযোগ। বিদ্রোহিরা ফ্রেডারিকস্বর্গ প্রাচীরবদ্ধ করিতেছে। বিদ্রোহীরা এলাসিটোমস পথ রক্ষার্থ কামান দুর্গ আক্রমণ করিয়া পরাজিত হইয়াছে। ৬০০০০ গবর্ণমেণ্ট সেনা কিম্বষ্টনের দিকে গমন করিয়া বিদ্রোহিদিগের অগ্রসিত সেনাদিগকে দূরীকৃত করিয়াছে। এক্ষণে উভয়ের নিকটে ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধ হইয়াছে। গবর্ণমেণ্টের কামানের নৌকা গুলি অকর্ম্মণ্য করিয়াছে। বিদ্রোহিরা স্প্রিংফিল্ড হইতে দূরীকৃত হইয়া আরকান্সাসের দিকে অগ্রসর হইতেছে লিটলরককে আক্রমণ করা তাহাদিগের অভিপ্রেত। গ্রাণ্ট মেম্ফিস হইতে পুনর্ব্বার বিক্সবর্গ আক্রমণ করিতে গমন করিয়াছেন। চেজ সাহেব ব্যাঙ্কের যে প্রকার কার্য্য প্রণালী করিবার প্রস্তাব করেন মহাসভা তাহা অগ্রাহ্য করিয়াছেন। সভাপতি লিঙ্কন দশ কোটি ডলারের নোট প্রচলিত করিয়া তাহ সেনা দেনা উভয়ে সমান রূপে গ্রহণ করিবার যে প্রস্তাব করেন মহাসভা তাহাতে সম্মত হইয়াছেন। সাধারণ তন্ত্র প্রিয় ২৬ জনআকাসভার সভা সভাপতি লিঙ্কনকে এক পত্র প্রদান করিয়া বলিয়াছেন তাঁহার শাসন প্রণালীর উপর তাঁহাদিগের কোন বিশ্বাস নাই। বলফিঞ্চহাম এক উত্তম বক্তৃতা করিয়া প্রস্তাব করিয়াছেন যুদ্ধে মধ্যস্থ করা কর্ত্তব্য। আমেরিকার ব্যবস্থাপক সভার এক জন বক্তা মনোনীত করিতে অসমর্থ হইয়াছেন। টেনিস বিদ্রোহী মহাসভাকে [illegible] বিভাগের স্বাধীনতা স্বীকার না হইতে পারে না। এ বিষয় [illegible] মহাসভায় বিশেষ আন্দোলন হই বলেন ইউরোপের গবর্ণমেণ্ট হইয়া রহিয়াছেন তাহারা প্রাচীন যে তাঁহারা উত্তর বিভাগের কার্য্যকারী হবেন। দক্ষিণ বিভাগের লোক দের সেনাদিগের দুশ্চরিত্রতার [illegible] যাছে। তাহারা বলে স্বামফিল্ড [illegible] দাস দ্বারা প্রভুদিগকে হত্যা করা আরোও বলে লিঙ্কন দিলে এ কাজ মনুষ্য বর্গের স্বাভাবিক জ্ঞানের [illegible] করিলে তাল কাজ করিতেন।

লণ্ডন ৩রা ফেব্রুয়ারি।

বিদ্রোহিরা পরাজিত হইয়া [illegible] অংশের সেনারা স্প্রিংফিল্ড অধিকৃত হইয়াছে। সভাপতি লিঙ্কন [illegible] না করিয়া ছিলেন তাহাতে [illegible] রা বিদ্রোহী হইয়াছে। ১৫০৬০০ [illegible] শ্রেণীভুক্ত করিবার জন্য উত্তরাংশের সভায় একটি বিল হইয়াছে। [illegible] ৯০০০০০০০ টাকা তুলিবার জন্য [illegible] হইয়াছে। ফরাসী সেনারা [illegible] বাহিরে প্রস্তাব করিয়াছে।

কংগ্রেস সভায় সন্ধির প্রস্তাব হইয়া নিউ ইয়র্কে মোহরের ৫০ টাকা বৃদ্ধি হইয়াছে। সেনাপতি প্রিন্স পদ পরিত্যাগ করিয়াছেন।

স্বাধীনতাকাঙ্ক্ষী ব্যক্তিদিগের পক্ষ সমর্থন জন্য লণ্ডনে একটি সভা হইয়াছিল। রোর সম্রাট উত্তরাংশের সৈন্যদিগের [illegible] করিবার প্রস্তাব করিয়াছেন, [illegible] নিযুক্ত না হইয়া বিবাদিগণকে শান্ত করিতে দিয়াছেন। লণ্ডন স্টাফোর্ড কাউন্টিতে [illegible] মুক্তি করিবার সভার অধিবেশন হইয়াছে উত্তরাংশের লোকেরা দাসত্ব উঠাইবার কল্পনা করিয়াছেন তাহার [illegible] বার জন্য প্রস্তাব করা হইয়াছে। [illegible] সভা গবর্ণমেণ্টের বিরুদ্ধে এক [illegible] দিয়াছে ইহার মধ্যে ২৫৫ জন "হাঁ" ও ৩৮ জন [illegible] বলিয়াছেন।

লণ্ডন ১০ই ফেব্রুয়ারি।

৫ই ফেব্রুয়ারি মহাসভার অধিবেশন [illegible] হইয়াছে। রাণীর বক্তৃতা দ্বারা [illegible] বিবাহের জন্য এক কমিশন বসিবে। [illegible] তজ্জন্য পোষণ জন্য ব্যয় বাহুল্য করা হইয়াছে। প্রিন্স অব ওয়েল্স হাউস অব লার্ডস [illegible] সভা প্রথম প্রবেশ করিয়াছেন। [illegible] সমুদয় পত্র সকল দেওয়া হইয়াছে। [illegible] পটমাক নদী তটস্থিত সেনাদলের [illegible] কর্ত্তৃত্ব ত্যাগ করিয়াছেন। হুকার [illegible] হইয়াছেন। সেনাপতি [illegible] চ্যুত হইয়াছেন। বিদ্রোহীরা [illegible] দূরীকৃত হইয়াছে। ফরাসীরা [illegible] বোমা নিক্ষেপ করিয়া উক্ত দুর্গ [illegible] করিয়াছে। ব্রিটিশ ইণ্ডিয়া কোম্পানির [illegible]

শীয় জাহাজ জাহিত হইতে যে গিয়াছিল তাহা জলমগ্ন হইয়াছে। বিকেরা কেহই রক্ষা পায় নাই। ও নামক জাহাজ আমেরিকা হই-তে ... লাভেলারের মজুরদিগের র্য আমরা করিয়াছে। ৯ই ফাল্গু-গবর্ণমেন্ট ওয়াসিংটনের বর্ত্তমান ন্ধা পত্র লিখিয়াছেন তাঁহারা শ ... সন্ধি করুন, নচেৎ সাক্ষাৎ সম প্রার্থনা করিয়া যুদ্ধ শেষ করুন। বিদ্রোহের সম্পূর্ণ বিবরণ জানা

মহাসভার অধিকাংশ বাবাব ন দিতেছেন। রাজা ঐ এজেন্টের দিগের প্রতিনিধিদিগকে গ্রহণ করি ত হইয়াছেন। উহা একটি সামান্য র প্রেরিত হইয়াছে। ফরাসী মহাসভা রতিনন্দন পত্র দিতেছেন, গ্রিস ... কেবল তাহাতে অসম্মত। ... উঠা যোক্তার্থ সংঘের লোকেরা বিশেষ প্রাণ করিয়াছেন। পিউবেলার সমুদ্র রা মেক্সিকোদিগকে আক্রমণ করি হইতেছে। বিস্তর সজ্জা করা হইয়া

এলি দল পরিপূর্ণ জাহাজ ব্রেজিলের নমগ্ন হওয়াতে তত্রত্য লোকেরা তাহ তমিমিত্ত তত্রত্য গবর্ণমেন্ট ও ইংরাজ ভত বিতণ্ডা হইয়াছে; ইংরাজ রণতরির পাঁচ খানি জাহাজ ধৃত করাতে ...র্ণমেন্ট ক্ষতি পূরণ করিতে স্বী ...কার করেছেন। ... কাবেল কলিকাতার প্রধান ...বিচারালয়ের বিচারপতি হইয়াছেন। তার ...বিংশ ... উপলক্ষে মাঞ্চেষ্টরের বণিক সম্প্র...য় এক সভা করেন। ঐ সভা কলিকাতার গবর্ণ...মেন্টের বিরুদ্ধে অভিপ্রায় প্রকাশ করিয়াছেন। ... ১) লাওবরুণের আলভারমান হ...। ... কমিটির পরিবর্ত্তে আলভারমা...ন্ত্রী হন। কমিটি পদত্যাগ করিয়াছেন। ... স্থাপিত হইয়াছে। ১৮৫১ অব্দের ...র সভার সম্মানার্থ চিহ্ন এই জুন প্রিন্স ...র দ্বারা স্থাপিত হইবে। ... সাহে...ন দ্বীপের লেপ্টেনেন্ট গবর্ণর হইয়াছেন। ...রের পরিবর্ত্তে রিড সাহেব রণত...রী কার্যকারক হইয়াছেন। ...২০এ জানুয়ারি। ... হওয়াতে ... প্রাণান ...নী ... হইতে পারেন নাই।

গবর্ণমেন্ট বিজ্ঞাপন।

এতদ্দেশীয় লেপ্টেনেন্টগবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

...য়ারি—এইচ ক্লার্ক সাহেব বাকুড়ার ... লোকাল কমিটির মেম্বর হইবে-ন। ই, জে, সটন ওয়ার্থ সাহেব তাহার সম্পাদক হইবেন।

১৬ ই ফেব্রুয়ারি—বাবু মধুসূদন মল্লিক ও বাবু রমণীমোহন চৌধুরী রঙ্গপুরের শিক্ষা সংক্রান্ত লোকাল কমিটির মেম্বর হইবেন।

১৭ ফেব্রুয়ারি—টি, এইচ এইচ মর্ট সাহেব বালেশ্বরের প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন এবং ১৮৩১ অব্দের ২৫ আইনের ২২ ধারা অনুসারে তথাকার ২য় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

এফ ওয়াস সাহেব বগুড়ার প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন এবং উক্ত আইন অনুসারে তথাকার ২য় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

আর এ বার্কর সাহেব কাছাড়ের মেডিকেল কর্ম্মচারী হইবেন।

মেদিনীপুরের ছোট আদালতের জজ বাবু বেণীমাধব সেন ১৮৬১ অব্দের ২৫ আইনের ২১ ধারানুসারে প্রথমশ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইয়াছেন।

উত্তর সিন্ধুদেশীয় রেবেনিউ সরবেয়র আর, বি, স্মার্ট সাহেব ১৮৩৩ অব্দের ৯ নিয়ম অনুসারে তথাকার ডেপুটী কলেক্টরের ক্ষমতা পাইয়াছেন।

এফ, জে আলেকজাণ্ডার সাহেব কিছুদিনের জন্য জলপাইগুড়ির প্রতিনিধি মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

১৮ ই ফেব্রুয়ারি—এফ, সি কাউল সাহেব রঙ্গপুরের প্রতিনিধি সিবিল ও সেসন জজ হইবেন।

টী জে, সি গ্রান্ট সাহেব পত্রদেতার ভার প্রাপ্ত হইবেন এবং বাঁকুড়া ও মেদিনীপুরের মাজিষ্ট্রেট ও ডেপুটী কলেক্টরের ক্ষমতা পাইবেন।

লেপ্টেনান্ট, এফ কবি সাহেব কাম্রুপ... বাসের অতিরিক্ত সহকারী কমিসনরের প্রতিনিধি হইবেন।

১৯এ ফেব্রুয়ারি—এইচ, আর মেডকম সাহেব জলপাইগুড়ির ১ম শ্রেণীর মাজিষ্ট্রেট ও কলেক্টর হইবেন।

এফ, আর কক্রেল সাহেব মেদিনীপুরের মাজিষ্ট্রেট ও কলেক্টর হইবেন।

টি, জে মাকেঞ্জি সাহেব বেহারের মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন।

আসা...মের পুলিস সহকারী সুপরিন্টেণ্ডেন্ট সি ডি ... সাহেব বদলি হইয়া দিনাজপুরে গিয়াছেন।

১৯এ ফেব্রুয়ারি—জে, পার্কার সাহেব পাবনার শিক্ষাসংক্রান্ত লোকাল কমিটির সেক্রেটারি হইবেন।

মৌলবী মহম্মদ কবিরুদ্দিন খাঁ এবং মুনসি ফিরাসাল সাহেব শিক্ষাসংক্রান্ত লোকাল কমিটির মেম্বর হইবেন।

মালদহের অতিরিক্ত সহকারি কমিসনর সি, প, ক্রস সাহেব ১৮৫৩ অব্দের ৯ আইনের ১ম ধারানুসারিণী ক্ষমতা প্রাপ্ত হইয়াছেন।

সি, বেভিরিজ সাহেব ১৮৬২ অব্দের ৫ আইনের ২ ধারা অনুসারে কলিকাতা বন্দরের বাষ্পীয় নৌকা দেখিবার জন্য প্রতিনিধি সরবেয়র হইবেন।

২০এ ফেব্রুয়ারি—প্রতিনিধি অধ্যাপক জে ইওয়ার্ট সাহেব মেডিকাল কালেজে এনাটমি, ফিজিওলজি, কম্পারেটিভ এনাটমি, ও জুলজির অধ্যাপক হইবেন।

ডবলিউ, ই, ওয়ার্ড সাহেব মালদহের শিক্ষাসংক্রান্ত লোকাল কমিটির মেম্বর হইবেন।

২১এ ফেব্রুয়ারি—বাবু কালীপ্রসন্ন মিত্র কটকের আবকারি ডিপার্টমেন্টের প্রতিনিধি সব ডেপুটী সরবেয়র হইবেন।

এইচ, এস, টমসন সাহেব ত্রিহুতের ছোট আদালতের জজ হইবেন, কিন্তু যে পর্যন্ত অন্য কোন অনুমতি না হয় তত দিন বাকরগঞ্জের প্রতিনিধি সিবিল জজ থাকিবেন।

২২এ ফেব্রুয়ারি—এ, সি, ... সাহেব বীরভূমের সহকারি মাজিষ্ট্রেট ও কালেক্টর হইবেন। ১৮৬১ অব্দের ২৫ আইনের ২২ ধারা অনুসারে তথাকার ১ম শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

মালদহ, ঝিনাইদহ, কোটচাঁদপুর, ও ... প্রতিনিধি জজ এইচ ... সাহেব ... ছোট আদালতের জজ হইবেন।

এস, সি, ... সাহেব, বঙ্গদেশীয় গবর্ণমেন্টের প্রতিনিধি জুনিয়র সেক্রেটারি হইবেন।

আর, সি, ... সাহেব ... ডেপুটী মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর হইবেন, কিন্তু যে পর্যন্ত অন্য কোন অনুমতি না হয় ততদিন বীরভূমের মাজিষ্ট্রেট ও কালেক্টর থাকিবেন।

পত্রপ্রেরকের প্রতি।

... বর পয়ার গুলি উৎকৃষ্ট হয় নাই।

... ফরিদপুরের সম্বাদটি অতি সামান্য।

... বিশেষ না জানিয়া বারুইপুর ... প্রচার করা বিধেয় হইতেছে না।

গোপালচন্দ্র ... পাধ্যায়ের পত্র প্রকাশ যোগ্য নহে।

... বিদ্যার ... মনোনীত হইল না।

... চন্দ্র ... পত্র প্রকাশ হয় ... হেছ না।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহোদয়েষু।

শ্রীরামলাল সেন বহরমপুর ... একটি বিজ্ঞাপন বিগত ৭ই মা... প্রকা... র পাঠক পার্শ্বে প্রকাশিত ... বিস্ময়াপন্ন

[illegible] হইলেন। তিনি কবিবর ৺ মদনমোহন তর্কালঙ্কারের প্রণীত শিশুশিক্ষা [illegible] ছাপাইয়া [illegible] লইতেছেন। এ কি কথা ? তিনি কাহার নিকট [illegible] ই পুস্তক মুদ্রিত করিবার অনুমতি পাইলেন [illegible] তিনি কি জানেন না যে তর্কালঙ্কার মহাশয়ের রচিত বাঙ্গালা পুস্তক তাঁহার পরিবারের একমাত্র জীবনোপায় স্বরূপ। তদ্দ্বারাই [illegible] দিগের ভরণ পোষণ [illegible] তাহা কর্ত্তন করিতে বসিয়া [illegible] কারণ কি। নিতান্ত ন্যায় বিরুদ্ধ [illegible] নাই। বোধ হয় সেন মহাশয় বিশেষ না জানিয়াই এরূপ কার্য্যে হস্তক্ষেপ করিয়াছেন। এক্ষণে [illegible] মহাশয়কে আমরা জানাইতেছি। কারণ [illegible] মহাশয় যখন জীবিত ছিলেন, তখন তাঁহার পিতৃব্য মহাশয় বাসবদত্তা পুনর্ম্মুদ্রিত করিবার নিমিত্ত তাঁহাকে [illegible] অনুরোধ [illegible] তাও সম্মতি লাভে সমর্থ হন নাই। যেহেতু [illegible] লঙ্কার মহাশয়ের পিতৃব্যের বাসবদত্তা [illegible] প্রকাশিত হইয়াছিল, পরে উক্ত মুদ্রিত করিতে [illegible] লক্ষ্য বোধ হওয়াতে তাঁহাকে [illegible] নিষেধই করিয়াছিলেন। তাঁহার পিতৃব্য [illegible] কলেজের লেখক ছিলেন। [illegible] হওয়াতে [illegible]

ঐ সময়ে তর্কালঙ্কার মহাশয় মুরশিদাবাদের [illegible] ছিলেন। তিনি [illegible] নিয়ম [illegible] থাকিয়া [illegible] মুরশিদাবাদে [illegible] পুস্তক খানি কাপিরাইটের মত রাখিয়াছিলেন [illegible] কিন্তু মৃত্যুর পর [illegible] এই কথা লিখিয়াছিলেন যে [illegible] অপরাধে দেওয়া গেল, উহা ছাপ [illegible] নামে ছাপাইবেন। [illegible] ছাপা [illegible] রূপ প্রকাশ না হয়। উহা [illegible] পুস্তক ছাপাইতে [illegible] কবি। তদীয় [illegible] যে বিষয় [illegible] এক্ষণে সেন [illegible] কি জন্য সেই পুস্তক ছাপাইতে [illegible] এক্ষণে তাঁহাকে [illegible] তিনি [illegible] তবে [illegible] আমরা [illegible] পুস্তক [illegible] লইয়া [illegible] না।

[illegible] } শ্রী[illegible]
[illegible]

জনৈক সোমপ্রকাশ পাঠক [illegible] সন্মান [illegible] উক্ত বিষয়ে যে সন্দেহ [illegible] (১)। তর্কবাগীশ মহাশয় কুলীন পাত্রে কন্যার দানের [illegible] বিশেষক বহুবচনকে অপ্রমাণ বলিয়া স্বীকার করাতেই আমার পরিত্তোষ জন্মিয়াছে। তদ্বিষয়ে যাহা বক্তব্য এক্ষণে তাহা প্রকাশ করিতেছি।

আমাদিগের দক্ষিণরাঢ় বৈদিক শ্রেণীর মধ্যে কিরূপ আদান প্রদান ভেদে কুলীন, বংশজ ও মৌলিকের ব্যবহার ভেদ প্রচলিত আছে তৎ জ্ঞাত হওয়া আবশ্যক, অতএব তাহা লিখিতে হইল। আমাদিগের কুলীনে কুলীনে আদান প্রদানে ব্যবধান কাউক [illegible] নাই। উহাদের কন্যা পাত্রের একবার [illegible] পরেই কন্যা পাত্র স্থির করিয়া সম্পাদিত হইয়া থাকে, তাহাদের কন্যা পাত্রের সমান বয়সে বিবাহ হয়, অতএব তাহা অত্যন্ত কুৎসিত ব্যাপার। এ ব্যবহারটি মৌলিক ও বংশজদের নাই, তাহারদিগের অন্যান্য শ্রেণীর ও অপরাপর জাতির ন্যায় বিবাহের পূর্ব্বে কন্যা পাত্র স্থির করিয়া বিবাহ হয়। ঐ ব্যবহারটী কেবল কুলীনের ব্যবহার বলিয়াই আমরা উহাকে কুলমর্য্যাদা বলিয়া থাকি তাহাতে কুলীনে কুলীনে আদান প্রদানে [illegible] কুলীন পাত্রে কুলীন কন্যার দানদান [illegible] কোনপ্রকারই সম্ভাবনা [illegible] কুলীনের বিবাহের পূর্ব্বেই [illegible] পরেই হউক ঐ [illegible] কন্যা [illegible] বংশজ ও মৌলিকেরা কন্যাদান করে এবং বিবাহের পূর্ব্বে ঐ পাত্র অভাব হইলে সেই কুলীন [illegible] আর কুলীনের [illegible] না, মৌলিকেরাই বিবাহ করে, তদ্ভিন্ন মৌলিকেরা মৌলিকের কন্যাও গ্রহণ করিয়া থাকে। বংশজ [illegible] কুলীনের সহিত আদান প্রদান উভয় ব্যবহার হয় না, [illegible] কুলীন পাত্রে কন্যা দেয় কিন্তু মৌলিকের কন্যা গ্রহণ করে। আমাদিগের কুলীন, বংশজ ও মৌলিকের এইরূপ ভিন্ন ভিন্ন [illegible] প্রচলিত আছে।

আমি আমাদিগের [illegible] পরিবর্ত্ত বিষয়ক [illegible] যে কুলীনের পাত্রে কন্যার [illegible] বিবাহ [illegible] যে [illegible] হইল, [illegible] যে [illegible] বার বিবাহের বিধি [illegible] অবশ্যই বলিতেই হইবে [illegible] বংশজ ও মৌলিকেরা [illegible] অপরাপর জাতিরা যে কুল [illegible] কন্যার [illegible] করে, তাহা [illegible] প্রশস্তও বটে, তাহাকে অপ্র[illegible] হইতে। যদিও ঐ নিষেধটী অপ্র-

(১) যেহেতু [illegible] সোমপ্রকাশে [illegible] লিখিয়াছেন যে “ [illegible] পাত্রে [illegible] কন্যা।” * বিবাহের [illegible] যখন [illegible] তখনও [illegible] বহিষ্কৃত হইবে না [illegible] আমার কন্যার [illegible] পুত্রের সহিত বিবাহ দিব, এরূপ প্রতিজ্ঞা তখনও করিতে হইবে সন্দেহ নাই। বিবাহ উচিত না হলে এ [illegible] উচিত [illegible] জানেন। কি

শস্ত নিষেধ বটে, তথাপি যখন দক্ষিণরাঢ় বৈদিক শ্রেণীর মধ্যে বংশজ ও মৌলিকের ব্যবহার ভেদ কুলীনে কুলীনে আদান প্রদানে কন্যার বাগ্দান করিবার সম্ভাবনা, ঐ অপ্রশস্ত নিষেধটী আমারদিগের পক্ষে প্রকৃত নিষেধরূপে ঘটিতেছে [illegible] তর্কবাগীশ মহাশয় বিবেচনা করিয়া [illegible] যে উপকৃত করিবেন ইতি।

১৫ ফাল্গুন ১২৮৩

শ্রী[illegible]চন্দ্র [illegible]
[illegible]

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয় সমীপেষু।

ছয় মাস অতীত হইল, আমি [illegible] আগমন করিয়াছি। এ অঞ্চলের [illegible] নগরীতে অবস্থিতি করিয়া [illegible] বিষয় অবগত হইয়াছি। [illegible] শ্রেণীর [illegible] লোক, [illegible] লতা উদ্যানের অত্যাশ্চর্য্য সৌন্দর্য্য [illegible] অপেক্ষাকৃত [illegible] বিবিধ সৌন্দর্য্য [illegible] অবলোকন করিয়া [illegible] কিত হইয়াছি। [illegible] দর্শন করিয়া, যদিও এ অঞ্চলকে [illegible] উত্তম স্থান বলা যায় বটে কিন্তু [illegible] না, যা বিষয় অবলোকন করিলে “ [illegible] স্থান ” একথা বলিতে [illegible] তোর কর্ম্ম [illegible] অতি [illegible] তিশয় দুঃখ ও বিস্মিত হইতে হয়। কি [illegible] র রীতি নীতি, কি আচার পদ্ধতি, কি [illegible] ধর্ম্ম প্রণালী যে দিকেই যে বিষয়েই [illegible] করা যায় তাহাতেই দুঃখিত [illegible] হইতে হয়, বিশেষতঃ এতদ্দেশবাসী [illegible] বিষয় পর্য্যালোচনা করিলে আন্তরিক ক্ষোভের উদয় হইতে থাকে। [illegible] আচার ব্যবহার [illegible] ভাব ধারণ করিয়াছে। [illegible] দের হৃদয় কিরূপ [illegible] কুসংস্কার [illegible] হইয়াছে এবং [illegible] কিঞ্চিৎ [illegible] করিতে পারিয়াছেন বটে কিন্তু তাহাতে [illegible] সকল হওয়া দূরে থাকুক কেবল [illegible] করিতেছে তাহাতে পরিবারের [illegible] হইয়া সুখ বর্দ্ধিত না হইয়া [illegible] দুঃখ পারাবার স্ফীত করিতেছে। [illegible] সম্প্রদায়ের [illegible] [illegible] এবং লৌকিক নম্রতা [illegible] আলোচিত হইতে [illegible] হইতে থাকে [illegible] হইয়াছে [illegible] পরিবারের [illegible] অপবাদে [illegible] তখন আমাদের সকল আশা [illegible] সন্দেহ হইতে থাকে। [illegible] বাচ্চদের কদাচিত দেখা যায়। [illegible]

,ৎক বিপরীত ভাব ধারণ করে, ইহাঁ-
র্মে (মুসাক্তর উপস্থিত বোধ হয়
। ক র্ম্ম বিবর্জ্জিত হইয়া কেবল ইন্দ্রিয়
র রং কিয়া স্ব স্ব স্বভাবকে মন্দীভূত
থেছে। তিকর্ত্তব্য হইতে বিমুখ হইয়া যথেচ্ছ
হইয়, ও, [illegible] করিতে যেন সংকল্প করিয়া
। হায়! ইঁহাদের কি বিপরীত সংস্কার জ-
য়াছে!

সম্পাদক মহাশয়! যখন এই বঙ্গবাসিগণ
স্বারাধ্য জনক জননীর স্নেহ পাশচ্ছেদন করি-
প্রণয় ভাজন সুহৃদ বর্গের প্রেম শৃঙ্খল ছেদ
রিয়া জন্মভূমি পরিত্যাগ পূর্ব্বক বিদেশাভিমু-
পথ চালনা করিতে থাকিলেন, তখন ইঁহা
কি মানস করিয়াছিলেন? অর্থোপার্জ্জন ক-
রা। পিতামাতার দুঃখ মোচন, স্বদেশের
বৃদ্ধি সাধন, স্বকীয় সৌভাগ্য বর্দ্ধন, অনাথ দ-
রের দুঃখ নিবারণ এবং প্রকার্য্য শুভ, ইচ্ছা। সে
কালে ইঁহাদের অন্তরে বলবতী ছিল ইহা-
বোধ হয় সন্দেহ নাই। কিন্তু কি কোভের বি
! এক্ষণে সে সকল পবিত্র ভাব কেন অন্তর্ধা-
হইল? এক্ষণে কি অমিতমত অর্থ উপার্জ্জনে
ক্ষম হইয়া তাহার যথার্থ ব্যবহার বিস্মরণ হ
। তাহাকে অনর্থের কারণ করিয়া ফেলিলে
? বহুবৃদ্ধি অহঙ্কারে আমোদিত হওয়াতে ক-
ব্যের অন উত্তম রূপে জানিতে পারিয়া তৎসা
[illegible] হইয়াছেন? ইন্দ্রিয় সেবায়
[illegible] কি অর্থের সার্থক্য সাধন হয়?
[illegible] করাই কি যথার্থ মনুষ্য-
[illegible] মহাশয়! ইঁহারা বিদেশে আসিয়া
[illegible] প্রকার স্বাধীনতা প্রাপ্ত হইয়াছেন,
স্বাধীনতাই ইঁহাদের উল্লিখিত অসৎ কা-
র্যের এক প্রকার মূলীভূত কারণ বলি-
যা যাইতে পারে। সম্পাদক মহাশয়!
আপনাকে একটী কথা জিজ্ঞাসা করি,
যাহা কি মনুষ্যের ঈশ্বর-দত্ত প্রধান অধি-
সেই স্বাধীনতাই কি এই প্রকার?

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক
মহাশয়েষু।

সপ্তাহে সোমপ্রকাশে শম্ভুনাথ বাবুর
[illegible]টের বিচারাসনে আসীন হইবার সংবাদ
[illegible] হইয়া বায় পড় নাই আহ্লাদিত হই-
[illegible] হইবে না কেন, ইহা অপেক্ষা আহ্লা-
দের আর কি হইতে পারে? বোধ হয়
[illegible] ব্যক্তিগণ ভিন্ন সমুদায়
[illegible] এই সংবাদে আহ্লাদিত হইয়াছেন।
[illegible] প্রাণ দ্বারা চিহ্নিত ও অচিহ্নিত কর্ম্মচারী
[illegible] একটী গর্ব্বিত ভ্রম আছে, তাহার কি-
[illegible] হইল বটে, কিন্তু সম্যক প্রকারে দূর
[illegible], বোধ হয় সে আশা পূর্ণ হইবার সময়
[illegible] উপস্থিত হয় নাই। যাহা হউক, পঞ্চ
[illegible] সকল সময়ে পরম্পরায় অধিকারী হ-
[illegible] কাল সুখ্যাতির সহিত সদর আদা-
[illegible] ওকালতী করিয়া উচ্চতম আদালতের বি-
[illegible] হইয়া পাঁচ সহস্র টাকা বেতন পাইতে
লাগিলেন, সেই প্রকার গুণ ও যোগ্যতা বিবেচ-
নায় জেলা আদালতের উকীলেরা এক কালে
প্রধান সদর আমিনী পদ ও চারিশত টাকা বেত
ন না পান কেন? এই বিষয়ে আমি জেলাস্থিত
যোগ্য উকীল গণকে সম্বোধন পূর্ব্বক এতৎ প্রতি-
কারার্থ নিবেদন করিতেছি, অতঃপর তাঁহারা
সমবেত হইয়া এই বিষয়ের জন্য হাইকোর্টের
দ্বারা গবর্ণমেণ্ট প্রার্থনা করুন, তাহা হইলে
তাঁহাদিগের অভিলাষ সিদ্ধি পক্ষে বড় বিলম্ব
হইবেক না। তদ্দ্বারা দ্বিবিধ উপকার সাধিত
হইবেক। অদ্যাবধি কখনো বেতনে কখনো মত
স্বরে স্থানে যাইতে অনিচ্ছ! বস্তুতঃ যে সকল
সজ্জন ব্যক্তি মুক্তোরী কার্য্যে নিরত হইয়া জেলা
কোর্টে ওকালতী করিতেছেন, তাঁহারা অসা-
ধারণ গুণজ্ঞ যোগ্য ও বিচারক্ষম হইলেও কখন
বিচারপতি হইতে পারেন না, এই যে অন্যায়
নিয়ম আছে, তাহা রহিত হইলে তাঁহারাও ইচ্ছা
পূর্ব্বক ঐ পদ স্বীকার করিবেন। এবং ব্যতি
উক্তগণ ক্ষুদ্র মোক্তারির আদালতের জজ ও-
গণের ন্যায় জেলা কোর্টের উকীল শ্রেণীর গৌরব
বর্দ্ধিত হইয়া জেলাকোর্টের উকীলগণ একটী স-
ম্মানিত পদ হইয়া উঠিবে। দ্বিতীয় (“ কেবল মা-
মার গুণে পুত্র মুখ দেখার ন্যায় ”) অনুপযুক্ত
মুন্সেফগণ কেবল আইনের কেহ কেহ উকীলের
কেহব পক্ষ পক্ষান্তরের অনুরোধের সাহায্যে
বিচার কার্য্য সমাধা করিয়া গবর্ণমেণ্টের চক্ষে
ধূলি দিয়া যে উচ্চ পদ প্রাপ্ত হইতেছেন তখন
আর ঐরূপ না হইয়া যোগ্য ও উপযুক্ত পাত্রের
পুরস্কার হইবে। একান্ত বশম্বদ

৫ ই ফাল্গুন ১২৬৯ — শ্রীরামগোপাল বন্দ্যোপাধ্যায়, বহরমপুর

প্রাপ্ত মূল্য।

শ্রীযুক্ত বাবু ভবতচন্দ্র ঘোষাল ফতেগঞ্জ
১২৭০ বৈশাখ অবধি চৈত্র পর্য্যন্ত কোং ১৩।০
“ তারিণীচরণ চট্টোপাধ্যায় পটলডাঙ্গা
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০, কার্ত্তিক পর্য্যন্ত
কোং ১০ ঐ
“ কালিদাস বন্দ্যোপাধ্যায় দেবগ্রাম
১২৬৯ ভাদ্র হইতে মাঘ পর্য্যন্ত কোং ৫ ঐ
“ দুর্গামোহন দাস বরিশাল
১২৬৯ অগ্রহায়ণ হইতে ৭০ কার্ত্তিক পর্য্যন্ত
কোং ১৩ ঐ
“ রাধাগোবিন্দ দত্ত মকোন্দপুর
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত কোং ৫।।০
“ কালীচরণ চট্টোপাধ্যায় দিনাজপুর স্কুল
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত কোং ৫।০
“ মহিমচন্দ্র দাস চুমাগলি
১২৬৯ ভাদ্র হইতে মাঘ পর্য্যন্ত কোং ৫ ঐ
“ বৃন্দাবনচন্দ্র রায় মণিনাথ বাটী
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ মাঘ পর্য্যন্ত কোং ১৩।০
“ শ্রীপতি মুখোপাধ্যায় শান্তিপুর
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ মাঘ পর্য্যন্ত কোং ১৩।০
“ মেদিনীপুর লাইব্রেরি মেদিনীপু[illegible]
১২৬৯ অগ্রহায়ণ হইতে বৈশাখ পর্য্য[illegible]
কোং ৫
“ মহেশচন্দ্র বিশ্বাস সংস্কৃত কালে[illegible]
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ শ্রাবণ পর্য্য[illegible]
কোং ৫
“ শশিভূষণ রায় জেলা রাজশা[illegible]
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত কোং [illegible]
“ শ্যামাচরণ ঘোষ যশোহর চৌগা[illegible]
১২৬৯ পৌষ হইতে ৭০ জ্যৈষ্ঠ পর্য্যন্ত কোং [illegible]
“ কালীকিঙ্কর রায় চট্টগ্রা[illegible]
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত কোং ৫ [illegible]

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটি
বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে কাহাকে সোমপ্র-
কাশ প্রেরণ করা যায় না।

ইহার অগ্রিম মূল্য বার্ষিক ১০ এবং যাণ্মা-
সিক ৫।০ টাকা, ছয় মাসের ন্যূনে মূল্য লওয়া
যায় না।

যাঁহারা সোমপ্রকাশের মূল্য নোট টিকিট
পাঠান তাঁহারা এক অধিক আর আমার অভি-
মূল্যের ও রসীদের টিকিট না প্রেরণ করেন।

যখন তিনি সকল হইতে সোমপ্রকাশের
মূল্য পাঠাইবেন তাহা যেন রেজিষ্টারি করি-
বেন।

পূর্ব্ব প্রদত্ত মূল্যের কাল অতীত হইলে মূ-
ল্য পাঠাইতে কেহ যেন অনর্থক বিলম্ব না
করেন।

যাঁহাদিগের মূল্য দিবার সময় অতীত হই-
য়া যাইবে, সপ্তাহমত সময় প্রতীক্ষা করিয়া
প্রথমে সোমপ্রকাশে প্রচার করিয়া তাহা-
পর চিঠি লিখিয়া জানান হইবে, যদি ত-
হাতে কোন উত্তর অথবা মূল্য না পাওয়া যা-
[illegible] কাগজ বন্ধ হইবে। মূল্যের নিমিত্ত চিঠি বেয়া-
রিং পাঠান হইবে। কলিকাতা সংস্কৃত কা-
লেজে আমাদিগের নামে চিঠি আইলে আ-
মরা শীঘ্র পাইব।

যাঁহারা যখন সোমপ্রকাশ পরিত্যাগ করিব-
ার ইচ্ছা হইবে চিঠি লিখিয়া না জানাইলে
তাহা গ্রাহ্য করা যাইবে না।

কেহ সোমপ্রকাশে বিজ্ঞাপন দিতে ইচ্ছা
করিলে তাঁহাকে প্রথম বার প্রতি পংক্তি [illegible]
আনা, দ্বিতীয় বার /১০ আনা তৃতীয় বার /[illegible]
আনা দিতে হইবে। তাহার পর ১২১০ টাকা
কমিসন বাদ দেওয়া যাইবে।

মফস্বলের যাঁহারা সমর্থ হইবেন, তাঁহা-
দিগের স্বতন্ত্র ডাকমাশুল দিতে হইবে।

এই পত্র কলিকাতার পূর্ব্ব বাঙ্গলা রেল ওয়ের [illegible]
মাপুর ষ্টেসনের দক্ষিণ চাংড়িপোতার শ্রীযুক্ত [illegible]
বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার প্রকাশিত হ[illegible]

সোমপ্রকাশ

" প্রবর্ত্ততাং প্রকৃতিহিতায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং। "

৫ ভাগ। ১৮ সংখ্যা। { সন ১২৬৯ । ৪ ঠা চৈত্র। ইং ১৮৬৩। ১৬ মার্চ্চ { মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০।

বিজ্ঞাপন।

মান্যবর বাবু রাখালদাস চট্টোপাধ্যায় ও শ্যামলাল চট্টোপাধ্যায় মহাশয় সমীপেষু।

সবিনয় নিবেদন--

কবিবর মদনমোহন তর্কালঙ্কার প্রণীত (বাসবদত্তা) অতি উত্তম গ্রন্থ বলিয়া আমার প্রতিপন্ন বন্ধু কহিয়াছিলেন যে উক্ত পুস্তক লেখকের মৃত্যু হইয়াছে, গ্রন্থকারের পুত্রাদিও কেহ নাই, আত্মীয়গণ যাঁহারা বর্ত্তমান আছেন তাঁহারাও এপর্য্যন্ত উহা মুদ্রিত করিলেন না, অতএব আপনি ঐ বহি সাহিত্য সংসারের উপকারার্থে পুনর্ব্বার ছাপাইতে পারেন, ইহাতে বোধ হয় কেহ আপত্তি করিবেন না। আমি তাঁহাদিগের এই অনুরোধে সেই পুস্তক ছাপাইতে দি। ঐ পুস্তক ৫০০ শত খণ্ড মুদ্রাঙ্কনের জন্য আজ্ঞা প্রদান করিয়াছি ও উহার ছাপা প্রায় শেষ হইল। আমার সর্ব্বসমেত ঐ পুস্তকের কারণ ২৫৮।০ টাকা ব্যয় হইয়াছে। আপনারা আমাকে ঐ ব্যয় প্রদান করিলে সমুদয় মুদ্রিত পুস্তক আপনাদিগের নামে সোমপ্রকাশ সম্পাদকের সমীপে পাঠাইব তাহার পর আপনারা পুস্তক বিক্রয়ে যে লাভ হইবেক তাহা গ্রহণ করিতে পারেন কিম্বা আপনারা যদি ঐ পুস্তকের স্বত্ব বিক্রয় করিতে ইচ্ছা করেন, তবে আমি তাহা ক্রয় করিতে প্রস্তুত আছি ইহা বিজ্ঞাপনে নিবেদন ইতি --

তাং ২১ ফাল্গুন শ্রীরামদাস সেন
৬৯ সাল সাং বহরমপুর

বিজ্ঞাপন

ফরিদপুর জিলার অন্তঃপাতী বাটকেমারি মহম্মদপুর নামে যে পত্তনি তালুক আছে, তাহা দরপত্তনি দেওয়া অথবা বিক্রয় করা যাইবে। যাঁহার সেই তালুক দরপত্তনি লইবার অথবা ক্রয় করিবার ইচ্ছা আছে, তিনি কলিকাতায় কার্ত্তন ফিনর কোম্পানির নিকটে আবেদন করিলে সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিবেন

বিজ্ঞাপন।

রামবাবু, হরু ঠাকুর, রাসু নৃসিংহ, গৌর কবিরাজ, নিত্যানন্দ বৈরাগী, কৃষ্ণমোহন ভট্টাচার্য্য প্রভৃতি প্রাচীন কবিওয়ালাদিগের উত্তম উত্তম গানগুলি সংগৃহীত ও একত্রিত করিয়া মুদ্রিত করা গিয়াছে। পুস্তকের মূল্য ১ এক টাকা মাত্র।

কলিকাতা।

শকনাজার ষ্ট্রিট ৭৬ নং বাটী।

শ্রীবসুগোপাল চট্টোপাধ্যায় এবং কোং

সোমপ্রকাশ।

চৈত্র সোমবার।

জয়পুরের মহারাজ নিজ মন্ত্রী ও অন্যান্য কর্ম্মচারি সমভিব্যাহারে ২৭ এ ফাল্গুন কলিকাতা সংস্কৃত ও প্রেসিডেন্সি কালেজ দেখিতে আসিয়াছিলেন।

কিছুদিন অবধি কলিকাতার ওয়ার্ড লইয়া গোলযোগ চলিয়াছে। ঐ টী উঠিয়া যায়, অনেকে এরূপ চেষ্টা করিতেছেন। কিন্তু আমাদিগের মতে এ চেষ্টা ইষ্টফলদায়িনী নহে। এ বিষয়ে [illegible] যে অভিপ্রায় প্রকাশ করিয়াছেন [illegible] তাহার সম্পূর্ণ অনুমোদন করিতে [illegible] প্রাপ্ত বয়স্ক পিতৃহীন ধনি [illegible] বাটী পূর্ব্ববৎ নিজ নিজ [illegible] শিক্ষার ব্যবস্থা হয়, তাহাতে [illegible] ইষ্টসিদ্ধির সম্ভাবনা অতি অল্প। [illegible] মদিগের বিদ্যা ও চরিত্র [illegible] অনেক। উহারা [illegible] সেই প্রতিবন্ধক বাহুল্য পরিত্যাগ [illegible] হয়। উহারা চিরমূর্খ হইয়া [illegible] সেকের স্বার্থসিদ্ধির পথ [illegible] সকলেই শিক্ষার বিঘ্ন হইবে [illegible] দুরাশয় স্বার্থপর ব্যক্তিদিগের প্রাদুর্ভাব হইয়া উঠিবে। তাহাদিগের নিরন্তর অনুবৃত্তি ও [illegible] তা ঐ অপ্রাপ্তব্যবহার শিশুদিগের পৈতৃক সম্পত্তির ন্যায় বিদ্যা [illegible] শিক্ষারও সংহারকারিণী হইবে। [illegible] থকে কলিকাতায় রাখিয়া শিক্ষা [illegible] নিয়ম করা হইয়াছে, তাহা উৎকৃষ্ট [illegible] নাই। নগরের ন্যায় পল্লীগ্রামে [illegible] কালাত সম্ভাবিত নয়। তবে [illegible] ওয়ার্ডের তত্ত্বাবধান বিষয়ে [illegible] রাখিলাম, অদ্য তাহার [illegible] তেছি। যাহাতে ওয়ার্ডস্থ বালক [illegible] বিলাতী পাপক্রিয়ায় অনুরক্ত না হয়, সর্ব্বতোভাবে সেই চেষ্টা করা [illegible] ক। সেই পাপ ক্রিয়ায় স্বভাবতঃ বিদ্বেষ আছে, তাদৃশ

ত করা হউক এবং সেই তত্ত্বাবধান ...বিল ভাবে সম্পাদিত না হয়।

...নোর গবর্ণমেণ্ট বিদ্যালয়ের প্রধা... শিক্ষকের অসাধু ব্যবহারের কথা বারম্বার ...মাদিগের শ্রুতি গোচর হইতেছে, মধ্যে মধ্যে তাঁহার বিপক্ষ ও সপক্ষ উভয়বিধ পত্রও ...মাদিগের হস্তে আসিতেছে। আম... হাতে অতিশয় অনুষিত হইয়া ...ছি। ...ক প্রধান শিক্ষক এক জন শিক্ষি...ক ... তিনি যে আপনার শিক্ষার অনুরূপ ... করিয়া বিরূপ আচরণ করিতেছে... ই ... সম্প্রদায়ের ...কোন্তের হইবে ... নাই। দুটী বিষয়ে আমরা তাঁহার ...তিশয় অসন্তুষ্ট হইলাম। এক, তি... স্ত্রী বিদ্যালয়ের প্রতি সাতিশয় ...রিয়া থাকেন, এমন কি তাহা উ... নিমিত্ত তিনি আন্তরিক চে... ...ছেন। দ্বিতীয়, গবর্ণমেণ্ট বি... পণ্ডিতের প্রতি তিনি নিদারুণ ...রিয়াছেন। শিক্ষিত ব্যক্তির স্ত্রী ...বিরোধী আচরণ, ইহার তুল্য অ...হার অল্প আছে। একে আমরা ...দেশের স্ত্রীগণের অবস্থা সংশোধ...য় কিছুই করিতে পারিতেছি না, ...ন সদাশয় মহানুভব ব্যক্তি তাহা ...নুষ্ঠান করেন, আমরা তাহারও ...করণ করিব!! দ্বিতীয় বিষয়ে ...ত্র বিষয়ে) তাঁহার অসাধু ব্যবহা... ...মি আমরা প্রথমে প্রত্যয় করি না ... তাঁহার সপক্ষে যে পত্র আমাদি... ...নিকটে আসিয়াছে, তদ্দ্বারাই সপ্রমা... তিনি কেবল বিদ্বেষ বশবর্ত্তী ... ...জের পদচ্যুতির কারণ হইয়া ... ...দিনের সোমপ্রকাশে তাঁ... ...যে পত্র প্রকটিত হয়, তাঁহার ...রিক পত্র দ্বারা প্রতীয়মান হই... ...দি মনে করিয়াছেন, সেই পত্র ...ইয়াছিলেন। কিন্তু বাস্তবিক ...তের লিখিত নয়, যিনি সে পত্র লিখিয়াছিলেন, তাঁহার নাম আমাদিগের নিকটে আছে। যাহা হউক আমরা তাঁহাকে পুনর্ব্বার সাবধান করিয়া দিলাম, তিনি যেন সতর্ক হন।



ইনকম টাক্স ও তাহার লক্ষ।

সর চারলস ট্রিবিলিয়ান এপ্রেল মাসে আয় ব্যয় সংক্রান্ত একটী হিসাব প্রদান করিবেন। সেই দিন দিন দিন সমীপতরবর্ত্তী হইতেছে। ইনকম টাক্সের কি দশা হইবে? এই প্রশ্ন লইয়া অনেক বিধ আন্দোলন উপস্থিত হইয়াছে। অনেকে অনুমানে অনেক প্রকার সিদ্ধান্তও করিতেছেন। কেহ কহিতেছেন, চারলস ট্রিবিলিয়ান লেঙ সাহেবের ন্যায় এককালে ইনকম টাক্স রহিত না করিয়া আপাততঃ বার্ষিক সহস্র মুদ্রাকে সীমা করিবেন, কেহ কহিতেছেন, এককালে উহা উঠাইয়া দিবেন। কিন্তু আমাদিগের বোধ হইতেছে, ট্রিবিলিয়ান সাহেব এককালে উহা উঠাইয়া দিতে পারিবেন না। ইহার একটী প্রধান লক্ষ উপস্থিত। মাঞ্চেষ্টর আমদানী কর রহিত করিবার প্রার্থনায় চীৎকার আরম্ভ করিয়াছেন। সর চারলস ট্রিবিলিয়ান যে এক কালে উভয়বিধ কর রহিত করিয়াও রাজ্যের আয় ব্যয়ের সমতা বিধানে সমর্থ হইবেন, ইহা সম্ভাবিত নহে। অতএব স্পষ্টই বোধ হইতেছে, ইনকম টাক্স রহিত করা তাঁহার আন্তরিক ইচ্ছার বিষয় হইলেও তিনি তদ্বিষয়ে কৃতকার্য্য হইতে পারিবেন না। তবে কেহ কেহ লবণের কর বৃদ্ধি করিয়াও যে ইনকম টাক্স রহিত করিবার পরামর্শ দিতেছেন, আমরা কোন ক্রমে তদনুমোদনকারী নহি। কতকগুলি লোকের কষ্ট নিবারণ করিতে গিয়া যাবতীয় প্রজার বিশেষতঃ দরিদ্র ব্যক্তি-দিগের সাক্ষাৎ সম্বন্ধে কষ্ট বৃদ্ধি করা বিধেয় নয়। লবণে প্রয়োজন হয় না, এমন কেহই নাই, এবং সেই লবণে পয়সার চতুর্থাংশে অধিক দিতে হই... অধিকতর কাতর হয় একপ বহুস... লোক আছে।

উত্তর পশ্চিমাঞ্চলের লেপ্টনেণ্ট গবর্ণর।

আমরা পূর্ব্বে হারিংটন সাহেবে... উত্তর পশ্চিমাঞ্চলের লেপ্টনেণ্ট গবর্ণর পদে প্রতিষ্ঠিত হইবার সম্বাদ দিয়াছিলাম, ...বারে আবার তাঁহার তৎপদ অস্বীকারে... ও ডুমণ্ড সাহেবের তৎপদ লাভে... সমাচার দিতেছি। তিনি ঐ পদ গ্রহণ ক...রেন নাই, তাহার কারণ এই, তিনি ব... ন, লেপ্টনেণ্ট গবর্ণর পদে অধিক ক্ষমতা, যোগ্যতা ও পরিশ্রম আবশ্যক করে, কিন্তু তাঁহার শরীর সুস্থ না থাকাতে তাঁহার ... রূপ যোগ্যতা ও পরিশ্রমক্ষমতা নাই ... আজি কালি ভারতবর্ষে একপ ন্যায়পরায়...ণ, সাধু ও যথার্থ লোক অতি বি...রল। উত্তর পশ্চিমাঞ্চল বঙ্গদে... অপেক্ষা বহুগুণে স্বাস্থ্যকর, পদটী অ... (বার্ষিক লক্ষ টাকা বেতন) ও গৌরব উভয় সম্বন্ধেই লোভনীয়। অ.পনার ক্ষ...তা বিবেচনা করিয়া এ সকল লোভ্য পদ...র্থের আকর্ষণ ছেদন সহজ নয়। অপর, হারিংটন সাহেবের পরিশ্রম ক্ষমতার কিঞ্চিৎ হ্রাস হইয়াছে বটে, কিন্তু ঐ পদে যে যে গুণ আবশ্যক, তদংশে তাঁহার ন্যূনতা নাই। তিনি রাজনীতি ও রাজবিধিতে ... দক্ষ, রাজস্ব সংক্রান্ত কার্য্যে ও অপটু নহেন। উক্ত কারণে উক্ত পদ পরিত্যাগ করাতেই তাঁহার ন্যায়পরতাদিগুণের সবিশেষ পরিচয় হইয়াছে।

গেজেট হইয়াছে কিনা, জানা নাই, সেক্রেটারি ... হে, ডুমণ্ড সাহেব ঐ পদ প্রাপ্ত হইয়াছেন। ইনি হারিংটন সাহেবের অপেক্ষা সকল বিষয়েই নিকৃষ্ট। ইনি কিনান্সিয়াল সেক্রেটারি ছিলেন বটে, কিন্তু সচরাচর শুনিতে পাওয়া যায়, ইঁহার তদ্বিষয়ে তাদৃশ দক্ষতা

াই। ভারতবর্ষ শাসনকর্তা থাকিলে ইংলণ্ড হই
ত উইলসন, লেও ও সর চার্লস ট্রিবি
লিয়নকে আনিবার প্রয়োজন হইত না।
রাইনেও ইহাঁর তেমন নৈপুণ্য নাই। এতদ্ভি
ইহাঁর খৃষ্টধর্মাবলম্বী ব্যক্তিদিগের প্রতি
তর পক্ষপাত আছে। যাহা হউক,
হবের তৎপদ লাভ অতাবনীয়
ন্য অননুমোদনীয় হইয়াছে। আ
গেল, ই. এচ. লসিংটন সাহেব তুম
সাহেবের কর্ম্মে হইয়াছেন।

এম. এ. উপাধির পরীক্ষা

ফল। ৬

অদ্য বঙ্গ ভূমি মুক্তম ভূষণে ভূষিত
লেন। যে ৭ ব্যক্তি এম এ পরীক্ষার্থী
হ য়াছিলেন, তন্মধ্যে ৬ জন পরীক্ষাতে
ত্তীর্ণ হইয়াছেন। ইহা সামান্য আনন্দ
র ব্যাপার নহে। এক দুর ঘটিয়া উঠিবে
হ এরূপ সম্ভাবনা করেন নাই। বঙ্গভূমি
র প্রসব করিতে পারেন না বটে কিন্তু
দ্ধিমান সন্তান প্রসব করেন বলিয়া যে
প্রসিদ্ধি আছে, আজি তাহা বিশেষ
পে সমর্থিত হইল। যে কয় জন পরী
য় উত্তীর্ণ হইয়াছেন, তন্মধ্যে ৩ জন
িত শাস্ত্রে, ২ জন ইতিবৃত্ত ও বার্ত্তা
স্ত্রে এবং ১ জন দর্শন শাস্ত্রে পরীক্ষা
র ছিলেন। কয়েক জনই বাঙ্গালি ও
য়েক জনই প্রেসিডেন্সি কালেজের
ত্র। ইঁহারা পরীক্ষা দিয়া কেবল যে স্ব
নামের গৌরব বৃদ্ধি করিয়াছেন এরূপ
, দুর্ভাগ্য বঙ্গদেশের মুখ উজ্জ্বল এবং
সিডেন্সি কালেজের সম্মান বর্দ্ধন করি
ছেন। এক্ষণে ইঁহাদিগের নিকটে আ
দিগের বক্তব্য এই, বঙ্গদেশের এই
কটী দুর্নাম আছে, বাঙ্গালির জ্ঞানের
মিত্ত অধ্যয়ন করেন না, অর্থোপার্জ্জ
র্থই তাঁহাদিগের অধ্যয়ন প্রবৃত্তি। সেই
বৃত্তির কথঞ্চিৎ চরিতার্থতা হইলেই
রা পরিশ্রমের সহিত শিক্ষা প্রবৃত্তি
কেও জলাঞ্জলি দেন। উক্ত এম. এরা বিদ্যা
বৃদ্ধি বিষয়ে অধিকতর যত্নশীল হইয়া সেই
কলঙ্ক দূর করুন, এবং যাহাতে স্বদেশীয়
দিগের শ্রমশীলতা ও বিদ্যানুরাগিতা প্র
ভৃতি সদগুণ শিক্ষার আদর্শ হইতে পা
রেন, সেই চেষ্টা করুন। পরিশেষে তাঁহা
দিগের নিকটে আমাদিগের একটি বিশেষ
অনুরোধ এই, এ দেশে যে একটী বিশেষ
বিষয়ের অভাব আছে, তাঁহারা তাহা দূরী
ভূত করুন। সে অভাব এই, বাঙ্গলা ভাষা
অতি দীন অবস্থায় আছেন, সেই দৈন্য
দূর করিয়া ইহাকে উন্নত পদে প্রতিষ্ঠিত
করুন। স্বদেশের ভাষার উন্নতি ব্যতিরেকে
কি কখন কোন দেশ উন্নত পদে প্রতিষ্ঠিত
হইয়াছে?

যে কয় ব্যক্তি পরীক্ষোত্তীর্ণ হইয়া
ছেন, তাঁহাদিগের নাম নিম্নে লিখিত
হইল। ২০৫

বীরেশ্বর মিত্র	গণিত।
যজ্ঞেশ্বর মুখোপাধ	
	।।
নবীনকৃষ্ণ দুবে	.িত।
উপেন্দ্রনাথ মি	দর্শন।
প্রসন্নকুমার বসু	ইতিবৃত্ত ও বার্ত্তাশাস্ত্র।
রমানাথ নন্দী	গণিত।

--- ২০৫

সর চার্লস উডকে অভিনন্দন
পত্র দান।

গত ২৪এ কালুগুন শনিবার এদেশী
য়েরা রাজসম্বন্ধে আপনাদিগের একটী
কর্ত্তব্য সাধন করিয়াছেন। ঐ দিবস সর
চার্লস উডকে অভিনন্দন পত্র দিবার
জন্য ভারতবর্ষীয় সভাগৃহে অত্রত্য হিন্দু
ও মুসলমান সমাজের অলঙ্কার স্বরূপ
প্রায় যাবতীয় প্রধান লোক সমবেত হইয়া
ছিলেন। বেলা আড়াই ঘটিকার পর অব
ধি সভা গৃহে লোক সমাগম হইতে আর
ম্ভ হয়, কার্য্যারম্ভের সময়ে এত লোক উ
পস্থিত হইয়াছিলেন যে উক্ত প্রশস্ত বাটী
কেও প্রায় সমাবেশ [illegible]
না। রা [illegible] দিগম্বর ম [illegible]
হইয়া প্রস্তাব পর দিগে [illegible]
বাবু [illegible]
দুত ও মান্যবর রাজা [illegible]
পতির আসন গ্রহণ করি [illegible]
সময়ে এ দেশে ইংরাজাধিকার [illegible]
বদ্ধমূল হইতে আরম্ভ হয় [illegible]
অদ্যাপিও স্মরণ আছে। [illegible]
গের রাজ্য অভিলাষ [illegible]
হে। এদেশে আচার, [illegible]
প্রথা গত বহু বৈলক্ষণ্য [illegible]
সমুদায় অব্যাহত রাখিয়া [illegible]
নির্ব্বাহ করা সহজ [illegible]
দের কার্য্য নহে। কিন্তু ইং
বর্ত্তমান ভারতবর্ষীয় সেক্রেটারি [illegible]
লস উড এই দুঃসাধ্য কার্য্য [illegible]
নির্ব্বাহ করিতেছেন। তিনি [illegible]
কহে এই ভাবে বক্তৃতা করি [illegible]
আঠার কোটি লোক ইংলণ্ডের [illegible]
আছেন, তাঁহাদিগের উপকার [illegible]
করা আমার সর্ব্ব প্রধান উদ্দেশ্য [illegible] তিনি
যথার্থ কথাই কহিয়াছেন। তিনি জাতি,
বর্ণ বা শ্রেণী ভেদ না করিয়া [illegible]
পাতে এদেশ শাসন করিতেছেন
এদেশীয়দিগের রাজনীতি ও [illegible]
ক্ষে উন্নতি লাভ হয়, ইহাই তাঁহা
রিক চেষ্টা; ইহঁাদিগের স্ব [illegible]
অব্যাহত রাখা তাঁহার শাসনের [illegible]
এক শ্রেণী ইহাতে অতিশয় রাগা [illegible]
য়া তাঁহাকে অপদস্থ করিবার চেষ্টা পাই
তেছেন যথার্থ বটে কিন্তু ভারত [illegible]
অবশ্যই স্বীকার করিবেন, তাঁহা [illegible]
ভারতবর্ষের যথার্থ হিত সাধিত [illegible]
বৃত রাজা শেষে বলিলেন, সর [illegible]
উডের সদ্বিবেচনার বিষয় কাল [illegible]
বিদিত হইবে সন্দেহ নাই।

অনন্তর রাজা কালীকৃষ্ণ বাহাদুর প্র
স্তাব করিলেন, সর চার্লস উড ভারতব

[illegible] এঁদীয় সর্দার প্রভৃতির [illegible] যে প্রকার [illegible] ব্যবহার [illegible] করিয়াছেন, তাতে উভয় দেশের পর [illegible] প্রীতি এবং পূর্বকালের সমপ্রভুগ [illegible]। তাঁহা শাসনে ভারতবর্ষের ম [illegible] প্রীতি ও ইংলণ্ডবাসীর [illegible] [illegible] রহিয়াছে অতএব এই সভা [illegible] তাহা স্বীকার করিয়া আমাদিগের [illegible] নিবিড় করুন। তাহার পর [illegible] নাথ ঠাকুর আহ্বান পূর্বক এই [illegible] করিয়া বলিলেন, এই [illegible] চারলস উডের [illegible] কৃতজ্ঞতা প্রকাশ না করি, তাহা [illegible] দিগের একটি জাতি সাধার [illegible]। ভারতবর্ষ এবং ইংলণ্ডের [illegible] শ্রেণী এদেশের কৃষকদিগকে [illegible] রিবার জন্য কণ্ট্রাক্ট বিল প্রস্তুত [illegible] নিয়ম সকল বিধিবদ্ধ করিবা [illegible]। যে ইংরাজ জাতি স্ত্রী [illegible] করিবার জন্য বিশেষ [illegible] করিয়াছেন, সর চারলস [illegible] দিগের এক জন প্রধান কর্মচারী [illegible] ভারতবর্ষীয়দিগকে শ্রেণী [illegible] করিতে পারেন না। প্রকৃত ভারতবর্ষীয় মাত্রে তাঁহার মা[illegible]ন। বাবু রমানাথ ঠাকুর [illegible] [illegible] আক্ট ও কণ্ট্রাক্ট বিল [illegible] রিবার পত্রের পোষকতা করিয়া বলি[illegible] প্রধান প্রধান বিষয়ে ইংলণ্ডীয় কর্তৃপক্ষ এদেশের শাসন কার্য্যে হস্তা[illegible]পণ [illegible] দেওয়া অতিশয় কর্তব্য। ভারত[illegible] গবর্ণমেণ্ট স্বাধীন হইলে যদি [illegible] স্বার্থ [illegible] হইত, তাহা হইলে [illegible] দিগের সময়ে আমাদিগের এক [illegible]

বাবু প্রসন্নকুমার ঠাকুর তৃতীয় প্রস্তাব [illegible] করিলেন। ইহার মর্ম এই, স্থানীয় গবর্ণমেণ্ট [illegible] যথোচিত স্বাধীনতা ও ক্ষ[illegible]মতা দেওয়া কর্তব্য, কিন্তু গুরুতর বিষয়ে ইংলণ্ডীয় গবর্ণমেণ্টকে হস্তার্পণ করিতে না দিলে সকল সময়ে যথার্থ বিচার হওয়া দুষ্কর হইবে। বাবু কিশোরীচাঁদ মিত্র ইহার পোষকতা করিয়া একটি বক্তৃতা করিলেন। তৎপরে মৌলবী আবদুল লতিফ প্রভৃতি কয়েক জনও কিছু কিছু বক্তৃতা করিলেন, শেষে অভিনন্দন পত্র পঠিত হইল। পাঠকগণ স্থানান্তরে তাহা [illegible]।

ভারতবর্ষীয় সভা যেরূপ গুরুভার গ্রহণ করিয়াছেন, প্রধান উদ্যোগী হইয়া সর চারলস উডকে অভিনন্দন পত্র প্রদান করাতে তাহার অনুরূপ কার্য্য করা হইয়াছে। সভার প্রতি আমাদিগের যে যাবতী আশা ও ভক্তি আছে, তাহার আরো বৃদ্ধি হইল। অভিনন্দন পত্র প্রদান করাতে কেবল যে সর চারলস উডের সহায়তা লাভ হইবে এরূপ নয়, এ দেশেরও [illegible] লণ্ডীয়েরা জানি[illegible] তে [illegible] ই কেবল শাস্যো[illegible] [illegible] [illegible] ক্ষের ভ্রুকুটীতে ভ্রাক্ষেপ না করিয়া অবশ্য কর্তব্য বোধে স্বকর্তব্য সাধন করেন, তাঁহারা বুঝিতে পারিবেন, কর্তব্য সাধনের সঙ্গে পুরস্কার লাভ আছে। যাহা হউক, এই অভিনন্দনপত্র প্রদানের অনুষ্ঠানটী কিঞ্চিৎ পূর্বে হইলে ভাল হইত। যাহা হউক [illegible] শুনিলাম গত মেইলে সভার মুদ্রিত কার্য বিবরণের কয়েক শত খণ্ড ইংলণ্ডে বিতরণের জন্য প্রেরিত হইয়াছে, এবং আলেক জণ্ড্রিয়া হইতে টেলিগ্রাফে অভিনন্দন পত্রের মর্ম প্রেরিত হইবে, তাহা হইলে তাদৃশ হানি নাই। পার্লিয়ামেণ্টের [illegible] অধিবেশন বন্ধ হইবার পূর্বে ইহা [illegible] চারলস উডের হস্তগত হইবে। এবার মহাসভায় ভারতবর্ষ, তুলা ও কণ্ট্রাক্ট বিল লইয়া অনেক সংগ্রাম হইবার [illegible] বলা আছে। [illegible] ও [illegible] সাহেবকে সেনাপতি করিয়া [illegible] চারলস উডকে আক্রমণ করিবেন সন্দেহ নাই। ভারতবর্ষ প্রেরিত অভিনন্দন পত্র যদি যথাসময়ে সর চারলসের হস্তগত হয়, নিঃসংশয় তিনি বিপক্ষ নিক্ষিপ্ত [illegible] জালের বৈফল্য সম্পাদনে সমর্থ [illegible] অভিনন্দন পত্র দান প্রসঙ্গে আমা[illegible] কিঞ্চিৎ বক্তব্যশেষ আছে, [illegible] বোম্বাই ও পঞ্জাব প্রভৃতি স্থান হইতেও [illegible] রূপ এক এক খান অভিনন্দন পত্র প্রে[illegible] করা উচিত। সর চারলসের বিপক্ষ যেম[illegible] প্রবল, তেমনি তাঁহার প্রবল সহা[illegible] লাভও আবশ্যক।

নূতন পুলিস চৌকিদার ও
নূতন বিচারপতি।

মানুষের নূতনে অধিকতর প্রী[illegible] বলিয়া প্রায় সর্বদায় নূতন বিষয়ই সম[illegible] ক স্পৃহা হইয়া থাকে। কিন্তু নূতন হইলে[illegible] যে যাবতীয় বিষয় উপকারী হইবে এর[illegible] নিয়ম নয়। নূতন অন্ন দুষ্পাচ হয়। [illegible] কোন ব্যবসায় হউক, অনভিজ্ঞ নূত[illegible] লোক হইতে তাহার অভিষ্ট সিদ্ধি প্র[illegible] ইষ্ট হয় না। বিচারপতি নূতন (যিনি [illegible] তন বিচার কার্য্যে প্রবৃত্ত হইয়াছেন) [illegible] ভাল মনেন। তাঁহাদিগের হইতে অনে[illegible] অবিচার হয়।

পাঠকগণের স্মরণ আছে, [illegible] পূর্বে বারুইপুরের পাঁচী নামক [illegible] লিখিয়াছিলাম, বারুইপুরের নূতন ([illegible] যে কেবল বারুইপুরে নূতন আসিয়াছে[illegible] এরূপ নহে, ইনি এ কার্য্যে নূতন [illegible] হইয়াছেন) ডেপুটি মাজিষ্ট্রেট [illegible] রিদিগের গুরু দণ্ড করিয়াছেন। [illegible] চৌকিদারেরা আসামীর অন্বেষণার্থ [illegible] কদের বাটী মধ্যে যে প্রবেশ করিয়াছি[illegible] তজ্জন্য যে নালিশ হয়, তাহা [illegible] বিচারার্থ। মাজিষ্ট্রেট [illegible]

যে গুরুতর [illegible] তাহাতে আমরা [illegible] হইয়াছি। ঐ [illegible] বিবরণ হইতে "ধামা [illegible] যে [illegible], তদ্বারা [illegible] সম্পূর্ণ [illegible] হইয়াছে। কিন্তু তিনি অত্যাচারকারী চৌকিদারদিগকে কি কারণে অব্যাহতি দিলেন?

আমরা ম্যাজিস্ট্রেটের রায় ও জয়েন্ট ম্যা[illegible]র কৈফিয়ত উভয়ই দেখিলাম। ম্যাজিষ্ট্রেট লিখিয়াছেন "জয়েন্টর যে কৈফিয়ত দিয়াছেন, আমার মতে তাহা সন্তোষকর।" কৈফিয়তেরও কিয়দংশ এস্থলে উদ্ধৃত হইতেছে।

"গ্রামস্থ ধর্মঘট করিয়া আসামীদিগের [illegible] মোকদ্দমায় বিরোধী হওয়ায় ও পাহারাওয়ালা নিযুক্ত হওয়ায় এক্ষণে আর অপর কুব্যবহার রাত্রি কালে সম্পন্ন করিতে না পারিয়া তাহারা [illegible]দের কেবল ও দুর্নাম দেওয়া মানসে এই মিথ্যা নালিশ উপস্থিত করিয়া আপনারাই [illegible] প্রমাণাদি দিয়াছে তাহা গ্রাহ্য হইবেক না। বিচারপতি প্রজাগণের প্রার্থনামত নিযুক্ত থাকিয়া দু এক জনকে মার পীট ও বাটীর মধ্যে প্রবেশ [illegible] দেওয়ালার উপর উঠিয়া চাবিতালা ভাঙ্গা ও রসুই ঘরের দ্রব্যাদি নষ্ট করিবার প্রয়োজনাভাব ও তাহা করে নাই। [illegible] কেবল দুর্নাম করা মাত্র।"

গ্রামস্থেরা ধর্মঘট করিয়াছে বলিয়া যে যুক্তি প্রদর্শিত হইয়াছে, ইহা ত নূতন নয়, ইহা পুরাতন কথা। প্রহরী নিযুক্ত হওয়াতে গ্রামের অসৎ লোকদিগের রাত্রি কালে কুকর্ম করিবার ব্যাঘাত ঘটিয়াছে, তাহাতেই গ্রামস্থেরা ধর্মঘট করিয়া পাহারাওয়ালাদিগকে জব্দ করিবার মানসে মিথ্যা নালিশ করিয়াছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট সর্ব্ব সম্প্রদায়ের লোক ইহা কিরূপে এই বাক্যে প্রত্যয় ও গ্রাহ্য করিলেন? কুকর্ম্মের দমন হইলে যেন [illegible] তাহাদের অসন্তুষ্ট হয় এমন আমরা [illegible] কখন দেখি নাই। ম্যাজিষ্ট্রেট কি [illegible] রাখিয়াছেন, গ্রামের [illegible] আদালতের উপদ্রব [illegible] [illegible] সুবিধা হয় না। [illegible] লোকে রাত্রি কালে কুকর্ম করিতে [illegible] ম্যাজিস্ট্রেটের তাহার একটী লিস্ট লওয়া উচিত। আর, চৌকিদারেরা সেই সেই ব্যক্তিকে কুকর্ম কালে বন্দী করুক, গ্রামের সমুদায় লোকেই ধরা পড়ে কি না, ম্যাজিস্ট্রেট অনায়াসে জানিতে পারিবেন। অপর, ম্যাজিস্ট্রেটের ইহাও বিবেচনা করা উচিত ছিল, চৌকিদার বিনানুমতিতে বাটী মধ্যে প্রবেশ করিয়াছে বলিয়া যাহারা নালিশ করে, তাহাদিগের কেহ তাহার লিপ্ত ছিল কি না? আর গ্রামের যাবতীয় লোকে তাহাদিগের বশীভূত কি না? তাহাদিগের অনুরোধে গ্রামের সকলে মিথ্যা কহিতে সম্মত কি না?

চৌকিদারেরা বাটীর মধ্যে প্রবেশ করিয়া নিরপরাধ ব্যক্তিদিগকে অকারণ প্রহার করিবে কেন? আর কেনই বা দ্রব্য সামগ্রী নষ্ট ও চাবিতালা ভঙ্গ করিবে? এটী বিবেচ্য কথা। যাঁহারা এদেশের মফস্বলবাসিদিগের মনের ভাব অবগত নহেন, তাঁহাদিগের ইহার মর্ম্মগত সূক্ষ্ম ও সার অংশ বুঝিয়া লওয়া কঠিন। এদেশের অনভিজ্ঞ লোকদিগের এই একটী ভ্রমাত্মক সংস্কার আছে, অত্যুক্তির যোগ না দিয়া যথাযথ বৃত্তান্ত বর্ণন করিলে আদালতে মকদ্দমা গ্রাহ্য হয় না, আমাদিগের আদালতের অবস্থাও এইরূপ বটে। এই সংস্কার নিবন্ধন অনেকে প্রায় কিছু কিছু মিথ্যার যোগ দিয়া অভিযোগ করিয়া থাকে। ম্যাজিস্ট্রেট অনুধাবন করিয়া দেখিবেন, যে যে স্থলে এইরূপ মিথ্যার যোগ আছে, যাঁহারা যথার্থ তত্ত্ব ও মিথ্যাকে পৃথক করেন [illegible] অর্থী হন না। তাহাদিগের [illegible] প্রায় অর্থী হয়। মোক্তারদিগের [illegible] সংস্কারের মূল। [illegible] নালিশ করিতে [illegible] [illegible] চৌকিদারেরা [illegible] ছিল, পুরুষেরা [illegible] কথা প্রকাশ করে নাই, [illegible] না থাকিবে, তাহাতেই [illegible] অত্যুক্তির যোগ হইয়াছে। [illegible] যে [illegible] আছে, [illegible] কুকর্ম [illegible] ডেপুটি ম্যাজিস্ট্রেট [illegible] পুলিস চৌকিদারের [illegible] করিয়া উপস্থিত হলে চৌকিদারের[illegible]দের অবমাননা করিবে [illegible] প্রামাণিক [illegible]রা যে চৌকিদারেরা [illegible] মরিতে [illegible] এবং [illegible]ন। উক্ত ম্যাজিস্ট্রেট [illegible] চক্ষে পতিত হইয়া [illegible] হন নাই। ১৫৭

এই প্রদেশে [illegible] রেও আমাদিগের কিছু বক্তব্য হইতেছে। এক্ষণে যে গ্রামে [illegible] প্রথা আছে, [illegible] যে তাহা অপেক্ষা [illegible] নাই। কিন্তু [illegible] উপরে প্রভৃতির সর্ব্বদা সতর্ক দৃষ্টি [illegible] ভাল লোক দেখিয়া নিয়োজিত করা আবশ্যক। [illegible] যে গবর্ণমেণ্টের প্রয়াস ও [illegible] টাকা যায় বিফল হইবে প্রহরিরা গ্রামবাসিদিগের পীড়া উঠিবে সন্দেহ নাই।

১৫৭

পোলাণ্ডের বিদ্রোহ।

... ব্যবহার সেণ্টপিটর্সবর্গ ... ও নিপীড়িত জাতি ... লিয়াছে যে তাঁহারা ... স্বাধীনতা লাভে সমর্থ হই- ... ও অধীনস্থ ... ব্যক্তি ... রেন যে বলপূর্ব্বক এক জাতি- ... অধীনস্থ রাখা, অন্যায়, এবং ... নীতিবিরুদ্ধ ও স্বীকার করিতে ... অত্যাচার, শাসন করি- ... সমস্ত হয় না। ইহার ... প্রমাণও আছে। যদি ... ও আয়র্লণ্ডের শাসন প্র- ... ণালীর বৈলক্ষণ্য ছিল, তথা- ... পিও সর্ব্বদা গোলযোগ হই- ... গবর্ণমেণ্টের অত্যাচার ... স্বাধীনতা লোপ করিতে ... হইতে ... সম্ভাবনা হইয়াছে। জাতি ... প্রতি অত্যাচার ... দেশে বিদ্রোহ। চিরস্থায়ি- ... সম্প্রতি ইউরোপ হইতে ... আসিয়াছে, তদ্দ্বারা জানা ... নিপীড়িত পোলাণ্ডীয়েরা বি- ... উত্থান করিয়াছেন। ... একটি অতি প্রাচীন দেশ। ... ইউরোপ নানা অসভ্য ... তুরুক দলের দ্বারা আ- ... পোলাণ্ডের রাজারা ... রক্ষা করেন, কিন্তু গৃহ বি- ... পোলাণ্ডের বলক্ষয় ও ক্রমশঃ ... ১৭৭৩ অব্দে রুশী ... প্রুসিয়ার রাজা ও অষ্ট্রিয়া ... অংশ করিয়া লন। সেই ... পোলাণ্ডের গৌরব অস্ত ... নামে স্বদেশহি- ... একবার পোলাণ্ডকে স্বা- ... চেষ্টা পান, কিন্তু কৃতকার্য্য ... নাই। ... বিদ্রোহ ও

নেপোলিয়নের দ্বারা পোলাণ্ডের কোন উপকার হয় নাই। নেপোলিয়নের পতনান্তের পর উক্ত দেশের অধিকাংশ রুশীয়ের অধীনস্থ হয়। সেই অবধি ঐ দেশে রুশানক অত্যাচার হইতে আরম্ভ হইয়াছে। পরিশেষে আর অত্যাচার সহ্য না হওয়াতে পোলাণ্ডীয়েরা ১৮৩০ অব্দে বিদ্রোহী হন। কিন্তু তদানীন্তন রুশীয় সম্রাট নিকলাস বহুকষ্টে পুনর্ব্বার পোলাণ্ড জয় করেন। সহস্র সহস্র লোক যুদ্ধে হত হইলে এবং নিকলাস অনেককে সাইবিরিয়ায় নির্ব্বাসিত করিলেন। এই পরাজয় ও জাতি অশ্রাব্য অপমান পোলাণ্ডীয়দিগের হৃদয়ে অঙ্কিত রহিয়াছে। ১৮৪৮ অব্দে যখন ফ্রান্স ইটালি ও জর্ম্মানিতে বিপ্লব উপস্থিত হয়, পোলাণ্ডেও ঐ রূপ হইবার সম্ভাবনা হয়। কিন্তু তখনও নিকলাস জীবিত ছিলেন, অতএব লোকে শঙ্কাপ্রযুক্ত তদ্বিষয়ে সাহসী হইতে পারে নাই।

বর্ত্তমান সম্রাট আলেকজাণ্ডার সিংহাসনে উপবিষ্ট হইয়া এই দুরবস্থা জাতিকে কিঞ্চিৎ স্বাধীনতা প্রদান করেন। তিনি অতিশয় ভদ্র ও যথার্থ প্রজাহিতৈষী বটেন, কিন্তু তাঁহার অধিকাংশ মন্ত্রী তাঁহার প্রতিকূলাচরণ করাতে দুই বৎসর কাল ঐ দেশে যাহার পর নাই পীড়ন হইতেছে। অনুমাত্র সন্দেহ উপস্থিত হইলেই রুশীয় সেনাপতিরা প্রধানবংশীয় লোকদিগকে রুদ্ধ করিতেছেন। বহুসংখ্য ব্যক্তি সাইবিরিয়ায় নির্ব্বাসিত হইয়াছেন। ইতঃপূর্ব্বে পোলাণ্ডে শান্তি ছিল, সম্প্রতি আর এক প্রকার ভয়ানক অত্যাচার আরম্ভ হইয়াছে। ওয়ার্স নগর ও তন্নিকটবর্ত্তী প্রদেশে সামরিক আইন প্রচলিত করা হইয়াছে। রুশীয় সেনাপতিরা ইচ্ছামত প্রজাদের বাটীতে প্রবেশ করিয়া বলপূর্ব্বক যুবকদিগকে আনিয়া সৈনিক করিতেছেন। তন্মধ্যে অনেকদিগকে কারাগার ও সাইবিরিয়ায় প্রেরণ করা হইতেছে। বিদ্রোহী

... পাঠ, ... বিচার ... নিপীড়িত স্বদেশীয়দিগের প্রতি ... অপরাধে ... দেওয়া বা ... এবং সাইবিরিয়ায় নির্ব্বাসিত করা ইত সহজ কথা হইয়াছে। ফলতঃ পোলাণ্ডীয়দিগের ধৈর্য্য সীমা অতিক্রম করিয়াছে। এক দল স্বদেশহিতৈষী গোপনে স্বদেশীদিগকে বিদ্রোহে প্রবৃত্তি দিতেছেন। তাঁহারা কে, আর কোথায় বা ... হইয়া রক্ষা করেন, তাহা রুশীয় পুলিশ ... তার চেষ্টা করিয়াও জানিতে পারে নাই। অনুমান করা হইয়াছে ঐ দেশের ... বয়স্ক লোকেই এই সভার সঙ্গ লইয়া ... কার্য্য করিতেছেন। সম্প্রতি ওয়ার্সার অনতিদূরে তিন স্থানে বিদ্রোহ পতাকা উড্ডীয়মান হইয়াছে। রুশীয় সেনারা পরাজিত হইয়াছে। সমুদায় দেশে যে বিদ্রোহ বহ্নি প্রজ্বলিত হইয়া উঠিবে এমত বিলক্ষণ আশঙ্কা বোধ হইতেছে।

পক্ষান্তরে এক্ষণে রুশিয়ার বিলক্ষণ বলক্ষয় হইয়াছে। ১৮৫৩। ৫৫ অব্দে যুদ্ধে রুশীয় ধনাগার শূন্য হইয়াছে। সম্রাট দাসীভূত কৃষকদিগকে স্বাধীনতা প্রদান করাতে প্রাচীন দল বিরক্ত হইয়াছেন। নব্য সম্প্রদায় ইংলণ্ড ও ইটালির ন্যায় স্বাধীন শাসন প্রণালীর অনুরাগী হইয়াছেন। এতদ্ভিন্ন রুশীয়ার গবর্ণমেণ্টের আর এক ভয়ানক শত্রু উপস্থিত হইয়াছেন। ... লেকজণ্ডর হার্জন নামে এক জন রুশীয় সম্ভ্রান্ত ব্যক্তি নিকলাসের অতিশয় অত্যাচার সহ্য করেন ও সাইবিরিয়ায় নির্ব্বাসিত হন। তিনি এক্ষণে লণ্ডনে থাকিয়া এ... সংবাদ পত্র বাহির করিতেছেন। তিনি এক জন সামান্য লোক নন বটে, কিন্তু রু... সের যাবতীয় কৃতবিদ্য ব্যক্তি তাঁহার বাক্যকে ঈশ্বর বাক্যের ন্যায় মান্য করিতেছেন। নির্ব্বাসিত ও বিদেশস্থ হইয়াও তি...

দেশীয়দিগের উপরে অসাধারণ প্রভুত্ব করিতেছেন । গবর্ণমেণ্ট তৎপ্রকাশিত পুস্তক বা সংবাদ পত্র রুশীয়ায় আসিতে নিষেধ করিয়াছেন সত্য কিন্তু সকলেই গোপনে তাঁহার সংবাদ পত্র পাঠ করিয়া থাকেন । এই সকল কারণে মিত্র রুষীয়ার রাষ্ট্রবিপ্লব হওয়া ও অসম্ভব নহে । আলেকজণ্ডর হারজন বর্ত্তমান রাজবংশকে রাজ্যচ্যুত করিবার নিমিত্ত দৃঢ় সংকল্প করিয়াছেন।

এক্ষণে আর একটি প্রশ্ন হইতেছে, ইংলণ্ড ও ফ্রান্স পোলাণ্ডকে এপ্রকার নিপীড়িত হইতে দিবেন কি না ? সম্রাট নেপোলিয়ন ক্রমশঃ পৈতৃক শত্রুদিগকে পরাজিত করিতেছেন, বিশেষতঃ তিনি লাওপামরষ্টনের ন্যায় স্পষ্টাক্ষরে কহিয়াছেন যাবতীয় জাতিরই নিজ২ শাসন কর্ত্তা দ্বারা শাসিত হওয়া উচিত । একথায় স্পষ্ট প্রতীয়মান হইতেছে পোলাণ্ড সাহায্যার্থী হইলে তিনি তদ্দানে পরাঙ্মুখ হইবেন না । তবে এক কথা এই, তিনি ইংলণ্ডকে পরিত্যাগ করিয়া একাকী সহায়তা করিতে যাইবেন, এরূপ বোধ হয় না । ইংলণ্ডেরও এবিষয়ে সাহায্য দানে বিমুখ হওয়া বিধেয় নয় । উল্লিখিত অত্যাচার হইতে দেখিয়াও ইংলণ্ড যদি উদাসীন থাকেন, পাপগ্রস্ত হইবেন সন্দেহ নাই

২৫৭

এতদ্দেশীয়দিগের সবলকায় হইবার উপায় কি ?

জগদীশ্বরের ন্যায়পরতা ও সকলের প্রতি সমান করুণা প্রভৃতি প্রতিপন্ন করিবার উদ্দেশে সুবিখ্যাত কুম সাহেব বলিয়াছেন যে যে দেশে শস্য উৎপন্ন না হয়, তথায় পশ্বাদি প্রচুর পরিমাণে জন্মে । তদ্দেশবাসিরা সেই পশ্বাদির মাংস ভক্ষণ করিয়া সুস্থ শরীর হইয়া থাকে । এই বাক্য দ্বারা অন্যথা স্বভাবতঃ নিরামিষ ও আমিষ উভয় পদার্থ ভোজী ইহা আংশিক রূপে প্রতিপন্ন হই

বলিয়া নিরামিষ ভোজিরা তাঁহার [illegible] হইয়া বিবিধ যুক্তি প্রদর্শন করিয়াছেন । এক, তাঁহারা বলেন যে যে স্থানে শস্যাদি না হয়, তথায় মনুষ্যের বাস করা অনুচিত । দ্বিতীয়, তত্তৎস্থানে বিজ্ঞান ও বাণিজ্যের প্রাদুর্ভাব হইয়া শস্যাদি প্রাপ্তির অসম্ভাবনা নাই । এ যুক্তি আমাদিগের নিকটে অখণ্ডনীয় বলিয়া প্রতীয়মান হইতেছে না । যে স্থানে মনুষ্য বাস না করে তথায় সাহিত্য বিজ্ঞানাদির প্রাদুর্ভাব হইবার সম্ভাবনা কি ? অগ্রে বাস করিয়া সম্প্রতি বিজ্ঞানাদির উন্নতি করিয়া শস্যাদির উৎপাদন করিতে হইবে সন্দেহ নাই, কিন্তু যত দিন সেই বিজ্ঞানাদির উন্নতি না হইবে তত দিন মানুষ তথায় কি ভক্ষণ করিবে ? নিরামিষ ভোজিরা যদি বলেন যে যে স্থানে শস্যাদি না জন্মে, তথায় মানুষের কোন কালে বাস করা উচিত নহে, তাহা হইলে লাপলাণ্ড দেশে রেণডিয়ার হরিণ সৃষ্টি ও মনুষ্যের বাস সৃষ্টি হইল কেন ? লাপলাণ্ডদেশীয় রেণডিয়ার হরিণের বৃত্তান্ত অনেকেই অবগত আছেন । সে দেশের লোকে উহার মাংস, লোম ও দুগ্ধ দ্বারা নানা প্রকার আবশ্যক কার্য্য সাধন করে । লাপলাণ্ডদেশ যদি মনুষ্যের বাসোপযোগী না হইত, তাহা হইলে বোধ হয় সেই মঙ্গলময় ঈশ্বর উল্লিখিত হরিণেরও সৃষ্টি করিতেন না । প্রস্তাবিত বিষয়ে শারীর বিদ্যা বিশারদ প্রযুক্ত জেম্স কোপলাণ্ড সাহেব যে যুক্তি প্রদর্শন করিয়াছেন, তাহারও কিয়দংশ প্রমাণ স্বরূপ এ স্থলে গৃহীত হইতেছে । (১) তিনি বলেন যে যে দেশের লোকে আমিষ ও নিরামিষ বিবিধ পদার্থ ভক্ষণ করিয়া সুস্থ থাকে তথায় উভয় পদার্থই প্রচুর পরিমাণে প্রাপ্ত হওয়া যায় । এবং যে দেশ কেবল আমিষাহার লোক সুস্থতা রক্ষা করে তথায় আহারোপযোগি পশ্বাদির সংখ্যা অধিক হইয়া থাকে । আর যে দেশে মাংস অপেক্ষা শস্যাদি ভক্ষণে শরীর সুস্থ থাকে, তথায় শস্যাদিই প্রচুর পরিমাণে উৎপন্ন হয় এবং তথায় আ-

[illegible]

[illegible] তাহারা [illegible] যে [illegible] ব্যবহারে [illegible]

[illegible] আহারে [illegible] দিতেছে, তাহা [illegible] করে আমরা হইতেছে [illegible] মতের পোষকতা [illegible] দেকসিয়া [illegible] তাহার [illegible] ও আমিষ [illegible] তাহা দেখিয়া অনায়াসে [illegible] যথা, যে দেশে [illegible] লোকদিগের [illegible] এ কথা বলা যাইতে পারে [illegible]

কেহ কেহ [illegible] পারেন, যে যখন [illegible] প্রচুর পরিমাণে [illegible] বঙ্গদেশবাসিদিগের [illegible] আমিষই আহার, [illegible] নৈসর্গিক বলিয়া [illegible] ইহার উত্তর [illegible] এই, এস্কুইমো [illegible] আমিষ ভক্ষণ করে বলিয়া [illegible] মিষ আহারে একবারে বঞ্চিত হয় বল, সুতরাং ভক্ষণ [illegible] আহারে একবারে অধিকারী [illegible] অপ পরিমিত মাংস ভক্ষণ [illegible] বাসিদিগের শরীর সুস্থ ও [illegible] হয়, যাহা তাহা এক প্রকার [illegible] চব্বিশ পরগণার ডাক্তার এফ, পি, [illegible] আপনার অধীনস্থ " জেলখানার ক [illegible] দিগের পীড়া ও মৃত্যু সংখ্যা [illegible] মানসে তথায় আমিষ আহারের [illegible] প্রবর্ত্তিত করেন, তাহারা [illegible]

(১) তাঁহার রচিত ডিক্‌শনারি অফ প্রাক্‌টিক্যাল মেডিসিন পুস্তকের দ্বিতীয় ভাগের ৩৪৫ । ৩৪৭ পৃষ্ঠ দেখিবেন ।

(২) উক্ত সাহেবের [illegible] ষ্টেন্স ফ্রম দি টপোগ্রাফি এণ্ড [illegible] টিক্স অফ কলিকাতা পুস্তক [illegible]

(৩) এক দিন অন্তর চারি [illegible] মিত মাংস দেওয়া হইত ।

হইয়াছিল কিন্তু কিছু
পরিবার অভিপ্রায়ে
কিছু আহারের অনুষ
তাহাদের পীড়া ও মৃত্যু
তন্নিবারণার্থ গবর্ণমেন্ট পু-
রেরে আজ্ঞা প্রদান করে
মহারাজ আজ্ঞাই দিতে হয়।
পশু ও মৃত্তিকাদির যোগ
ই আছে, উক্ত অঙ্কের
মুদ্রা পূর্বক অন্য মাংস
অনেক পরিমাণে তাহার
রে। রসায়ন বিদ্যা দ্বারা
যে আমাদিগের শরীর
বে এ নিষ্টেন, এই ত্রি
আবশ্যক। (৬) আইরিণ
বৃদ্ধি ও ধাতু পুষ্ট হয়
পাক ও পুষ্টিসাধন প্রক্রিয়
য়, এবং নিট্রজন (৩)
নিশ্বাস প্রশ্বাস ক্রিয়া যোগে
পুষ্টিসাধন করে। এই তিন
মধ্যে সর্বাপেক্ষা অধিকতর
পদার্থ উদ্ভিদ অপেক্ষা
ক আছে। নিম্ন একটিতে
উদ্ভিদ তাহা অবগত হই

বলদেশের শীতল পরিমাণে মাংসাহার বড়
আবশ্যক, আহার অনেক প্রমাণ এই, শরীর
মধ্যে উষ্ণতা রক্ষা করা অতি আবশ্যক।
উদ্ভিদ অপেক্ষা আমিষে অধিকতর (৮) উষ্ণ-
তা আছে। শীতলদেশে অধিকতর শীতলতা
নিবন্ধই শারীরিক উষ্ণতা হ্রাস হইয়া যায়,
তন্নিবারণার্থ তথায় প্রচুর পরিমাণে মাংসাহারের
প্রথা প্রচলিত হইয়াছে। এদেশে বিলক্ষণ
উষ্ণতা আছে, অতএব এখানে উদ্ভিদ অপে-
ক্ষা আমিষাদি ভক্ষণের বিধি দৃষ্ট হয় (৯)।

নূতন পুস্তক।

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করি-
তেছি, নিম্ন লিখিত পুস্তক গুলি আমাদিগের
হস্তগত হইয়াছে।

১ ভারতবর্ষীয় সভার বার্ষিক কার্য্য বিবরণ।
দেশহিতৈষী মাত্রেরই এই সভার কার্য্যের
প্রতি দৃষ্টি আছে। এই সভার দ্বারা এদে-
শের বহুতর শ্রেয়ঃ সাধন হইয়াছে, আরো
হইবার সম্ভাবনা আছে। এই নিমিত্তই
আমরা কোন বিষয়ে সভার ঔদাসীন্য অথবা

মাংস মধ্যে কোন দ্রব্যে কত পরিমাণে পুষ্টি-
কর পদার্থ আছে তাহা স্পষ্টরূপে বুঝিতে
পারা যায়।

(৮) অর্ণ হাউস বোল্ড হাণ্ড বুক ২৯০
পাত— ও ডাক্তার নর্মান চীবর্স লিখিত
সাধারণ জনগণের শারীরিক সুস্থতা বিষয়ক
প্রস্তাব দেখিবেন।

(৯) মনুসংহিতায় আমিষ ভক্ষণের বি-
ধি দৃষ্ট হয়। মাংসাহারে নিকৃষ্ট প্রবৃত্তি উত্তে-
জিত না হয় এই অভিপ্রায়ে, বোধ হয় তিনি
তদাহারের জন্য পশ্চান্নিখিত বিধি প্রদান
করিয়াছেন। "যজ্ঞ করিয়া মাংস ভোজন
করিবে অর্থাৎ যজ্ঞীয় মাংস ভোজন করণকে
দৈব অনুষ্ঠান বলা যায়, আপনার জন্য পশু
মারিয়া মাংস ভোজন প্রবৃত্তিকে রাক্ষসী
প্রবৃত্তি বলা যায়"। ৩১শ্লোক ৫ম অধ্যায়।
কোন্ কোন্ পশু পক্ষ্যাদির মাংস ভোজন
করা উচিত, তাহার বিস্তারিত উপদেশ মনু-
সংহিতায় দৃষ্ট হয়। ৫ম অধ্যায়ের ১১ অবধি
২৩ পর্য্যন্ত সমুদায় শ্লোক দেখিবেন।

নিষ্পিত্তির ক্রটি করিলে আক্ষেপ করি। পু-
উৎসাহ ও উদ্যোগ দেখিলে আহ্লাদিত
হই। আমরা যে কার্য্য বিবরণ প্রাপ্ত হইয়া-
ছি, তাহার স্থূল মর্ম এই—

গত বৎসর ভারতবর্ষীয় ও স্থানীয় ব্যব-
স্থাপক সভাসকলের এবং প্রধানতম বিচারা-
লয়ের কার্য্য আরম্ভ হয়। সভা প্রধানতম বি-
চারালয়ের কার্য্যে সবিশেষ সন্তোষ
প্রকাশ করিয়াছেন। ব্যবস্থাপক সভায় ১৮৫৯
অব্দের ১০ আইন সংশোধন বিল (১৮৬২ অ-
ব্দের ৬ আইন) ও জমীদারি ডাকের বিল,
এই দুটী বিধিবদ্ধ হইয়াছে। প্রথমোক্ত আইন
টী এত শীঘ্র বিধিবদ্ধ করা হয় যে ভারতবর্ষীয়
সভা তৎপ্রতি আপনাদিগের মত প্রকাশ করি-
বার অবসর পান নাই। অতএব তাঁহারা ব-
লেন "এ প্রকার দ্রুতগতি আইন হইলে সা-
ধারণের স্বার্থের সবিশেষ হানি সম্ভাবনা"
ঠিকা গাড়ি পালকী ও মিউনিসিপাল বিল
আগামিও বঙ্গদেশীয় ব্যবস্থাপক সভায় স্থগিত
রহিয়াছে। ভারতবর্ষীয় সভা এ দুয়েরই
পোষকতা করিয়াছেন। কাষ্টম বিল ও সা-
ধারণের লাভের বিল রহিত হওয়াতে সভা
আহ্লাদ প্রকাশ করিয়াছেন। গত বর্ষের ব্যয়
অপেক্ষা দেড়কোটি টাকা অধিক আয় হওয়া-
তে ও তমাকের কর রহিত এবং ইনকম টাক্সের
শতকরা দুই টাকা কমিয়া যাওয়াতে সভা
আহ্লাদিত হইয়াছেন। ভারতবর্ষীয় সভার
চেষ্টাতেই তমাকের কর রহিত হইয়াছে। প-
রিশেষে সভা ইনকম টাক্স ও ব্যবস্থা-
পক সভার কার্য্যের প্রতিবাদ করিয়াছেন।
ব্যবস্থাপক সভা সর্বদা সকল বিষয় প্রকাশ
করেন না, তন্নিবন্ধন অতিশয় অনিষ্ট ঘটিবার
সম্ভাবনা। কলিকাতার ড্রেণ ও সাধারণ প-
য়ঃপ্রণালীর বিষয়ও উল্লিখিত হইয়াছে। যা-
হাতে সমুদায় ভারতবর্ষে চিরস্থায়ী বন্দোবস্ত
হয়, সভা সেই চেষ্টায় আছেন। লার্ড ক্যানিং
ও গ্রাণ্ট সাহেবের গমন, লার্ড এলগিন ও সর
চার্লস উড বিলিয়াদের আগমনের বিষয়ও
রিপোর্টে লিখিত হইয়াছে।

২। প্রেমকাব্যমালা। ইহা বাঙ্গলা নাটক,
কালীঘাটের শ্রীযুক্ত বাবু গুরুপ্রসন্ন বন্দ্যোপা-
ধ্যায় এতৎ প্রণয়ন করিয়াছেন।

নিষ্কিপ্তের রচিত ক্যাম্বিলিয়ার লেটা-
কমিটি পুস্তকের ৩৪৩।৩৪৭ পৃষ্ঠ
।

প্রাফেসর জনষ্টন কর্তৃক বিরচিত কে-
কমন লাইফ পুস্তক দেখিবেন।
বসনস ডিক্সনারি অব ডমেষ্টিক
নামে গ্রন্থ দেখিবেন।
তালিকা দ্বারা ভিন্ন ভিন্ন উদ্ভিদ ও

৬। [illegible] নাটক, শ্রীযুক্ত বাবু [illegible] প্রণীত।

আগত।

৩১। ফাল্গুন রবিবার।

অদ্য আমি ঢাকায় উপনীত হইলাম। এক্ষণে বাঙ্গালাদেশে যে কয়েকটী প্রধান নগর আছে, কলিকাতা ভিন্ন অনেক অংশে ঢাকার প্রাধান্য স্বীকার করা যায়। কুষ্টিয়া হইতে [illegible] মরুভূমি, সাগরের ন্যায় বিস্তৃত নদী ও [illegible] জনপদ সকল উত্তীর্ণ হইয়া যে এরূপ উৎকৃষ্ট নগরে প্রবিষ্ট হইতে পারিব পূর্ব্বেও তাহা অনুভব করিতে পারি নাই, কেবল ঢাকায় যাইতেছি এই মাত্র জানি। যাহা হউক, যদিও কলিকাতার সহিত ঢাকা সর্ব্বাংশে সমান না হউক কিন্তু কলিকাতার ভাব এখানে অনেকাংশে পাওয়া যাইতে পারে।

এই নগরের উত্তর সীমা ভাওয়াল পরগণা। এই ভাওয়াল কেবল জঙ্গলময় ভূমি। ঢাকা হইতে প্রায় ১০ ক্রোশ উত্তরে কতকগুলি লোকের বাস ও এক জন জমিদার আছেন বটে কিন্তু ব্যাঘ্রাদি হিংস্র জন্তুর ভয়ে তাহার মধ্যে প্রবিষ্ট হওয়া সহজ ব্যাপার নহে। ঐ জঙ্গল ঢাকা হইতে ময়মনসিংহ পর্য্যন্ত বিস্তৃত। এখান হইতে ময়মনসিংহের সীমা প্রায় ৩০ ক্রোশ হইবেক। জঙ্গলে আম্র ও কাঁটাল অধিক, এবং উহার মধ্যে ঢাকেশ্বরী নাম্নী প্রস্তরময়ী এক প্রতিমা আছে। ঢাকার পশ্চিম সীমা সুলতানগঞ্জ বা জাফরগঞ্জ। দক্ষিণে বুড়িগঙ্গা নদী। এই নদী ধলেশ্বরী নদী হইতে নির্গত হইয়া পূর্ব্বাভিমুখে গমনপূর্ব্বক পূর্ব্ব দক্ষিণে ঐ ধলেশ্বরীতে পতিত হওয়াতে ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা বেষ্টিত ভূমিখণ্ড দ্বীপের আকার ধারণ করিয়াছে। ঢাকার পূর্ব্ব সীমায় একটি খাল আছে। খালের পূর্ব্বদিকে ফরিদাবাদ ও দয়াগঞ্জ নামক দুই খানি গ্রাম আছে এবং উহার উপরে একটি লৌহময় সেতু আছে। ঐ সেতু সন ১২৩৭ সালে মাজিষ্ট্রেট ওয়ালটর সাহেবের যত্নে নির্মিত হইয়াছে। সেতুটি দেখিতে কলিকাতার [illegible] পোলের ন্যায়।

কলিকাতার বাহিরে ইতস্ততঃ ভ্রমণ করিলে যেমন মনোহর উদ্যান ও মধ্যে মধ্যে পল্লীগ্রাম দেখিতে পাওয়া যায়, ঢাকার বাহিরে সেরূপ দেখিতে পাওয়া যায় না, এখানে কেবল নৈসর্গিক উদ্যান মাত্র আছে। কলিকাতা হইতে গঙ্গার পশ্চিম পারে হাবড়া, শালিকা প্রভৃতি স্থান যেমন উৎকৃষ্ট নগর তুল্য বোধ হয়, ঢাকা হইতে বুড়িগঙ্গার দক্ষিণ পারে তাহার কিছুমাত্র দেখিতে পাওয়া যায় না। এখানে কেবল বৃক্ষাদি বেষ্টিত দুই চারি খানি খড়ো ঘর মাত্র আছে। কলিকাতার নিকট হইতে গঙ্গার দিকে দৃষ্টিপাত করিলে অর্ণবপোত পরিপূরিত গঙ্গার শোভা সন্দর্শন করা যায়, বুড়িগঙ্গায় তাহার কিছুই দেখিতে পাওয়া যায় না, কেবল কতকগুলি নৌকার সহিত সন্দর্শন হইয়া থাকে।

ঢাকা পূর্ব্ব পশ্চিমে দীর্ঘ প্রায় দুই ক্রোশ এবং উত্তর দক্ষিণে প্রশস্ত প্রায় অর্দ্ধ ক্রোশ হইবেক। এই নগর কলিকাতা হইতে উত্তর পূর্ব্ব দিক প্রায় ৬০ শত ক্রোশ অন্তরে অবস্থিত। ২৬৯

ঢাকার মধ্যে বহু সংখ্যা অপেক্ষাকৃত ছোট ও বড় ইষ্টকালয় আছে যথার্থ বটে, কিন্তু তৃণনির্ম্মিত গৃহও নিতান্ত কম নহে। বৎসর বৎসর ঐ সকল গৃহে আগুন লাগিয়া দোকানদার ও গৃহস্থ লোকের বিস্তর ক্ষতি হইয়া থাকে। সম্প্রতি প্রায় ২০০ শত গৃহ ভস্মীভূত হইয়া গিয়াছে। কলিকাতার মত এখানেও খোলার ঘর নির্ম্মাণের অনুমতি দেওয়া উচিত।

এখানে হিন্দুদিগের দেবালয় ও মুসলমানদিগের মসজিদ ও খ্রিষ্টিয়ানদিগের গির্জ্জাঘর আছে। হিন্দুদিগের দেবালয় অপেক্ষা মুসলমানদিগের মসজিদ অধিক, গির্জ্জা ৫টি মাত্র। এক জন হিন্দুস্থানীর নির্ম্মিত একটি শিবের মন্দিরের উচ্চতা প্রায় ৫০ হাত হইবেক। এখানকার শিবের মন্দির দেখিতে ঠিক (তত উচ্চ না হউক) গৌরের মসজিদ, কোনটী বা খ্রিষ্টিয়ানদিগের গির্জ্জার ন্যায়। এখানে ঢাকা, কালেজ এবং মিটফোর্ড সাহেবের [illegible] উৎকৃষ্ট চিকিৎসালয় [illegible] অট্টালিকা [illegible] নবাবদিগের [illegible] বংশধরের [illegible] এই দুর্গ [illegible] অবস্থিত [illegible] ছিল তাহার এক [illegible] শোভা [illegible] ভিন্নভিন্ন করিয়া [illegible] মধ্যেই [illegible] অবস্থিতি করিতেছে [illegible] একটী প্রশস্ত স্থান [illegible] ছে, বোধ হয় [illegible] প্রাসাদ ছিল [illegible] মিত সুশোভিত [illegible] থাক নাই, সে ঢাকা [illegible] প্রজা এবং [illegible] মধ্যে রাজা করিতেছেন। ঢাকা [illegible] রাজপথ প্রায় নাই। কলিকাতার [illegible] ন্যায় রাস্তা (সড়ক) [illegible] আছে, অধিক [illegible] সুখে [illegible] কেবল খাড়ী [illegible] অধিকাংশ স্থানে গাড়ি [illegible] যাতে সরলতা নাই সুতরাং [illegible] হইবার উপায়ও নাই, [illegible] হইতে পারে তাহা কর্ম [illegible] এখানে মাতার [illegible] নাই। গবর্ণমেন্টের এ বিষয়ে [illegible] দেওয়া কর্ত্তব্য। নগর রজনীতে [illegible] থাকে। অথচ টাকা ব্যয় [illegible] এখানে গাড়ি চড়িলেই ১ টাকা [illegible] পথের পরিমাণ নাই, গাড়ি [illegible] ক্রোশ গমন করে তাহাকে [illegible] ১০ হাত যাও তাহাকেও [illegible] দিবে।

২৬২

বিবিধ-সংবাদ।

২০ এ ফাল্গুন সোম[illegible]

ভারতবর্ষীয় গবর্ণমেন্ট [illegible] ইংলণ্ডেশ্বরীর [illegible] পেশ-বীমার [illegible] উপ[illegible]

হইবে না। ক্রমে উৎকর্ষ-
..তেছে।

ক্রমরা এক প্রস্তাব করেন,
ত্র হইয়াছিল। বোম্বাই ব-
রাজধানীর অবমাননা করা

নয়া আমরার গবর্ণমেণ্টে
.ক ব্যক্তি জন্ম করাতে নিযুক্ত-
তলাহ করিয়াছেন, উহাতে ও
স্থ আছে না কি?

সেকেটরী বলেন, মফস্বলে ফৌজ-
দিক ? এক জন আসামী বা-
, দণ্ড হইয়াছে।

উড়িষ্যার এক জন পাদ্রি প্রেরক
দ্বারা জানাইয়াছেন ধর্মালোক
অর্থ ক্রমশঃ বর্দ্ধিত হইতেছে,
দারিদ্র্য দশা প্রাপ্ত হইতেছে। বঙ্গ
ন ও বোম্বাইয়ের শুরুতর
বণিকেরা বাণিজ্য দিয়া কৃষক
কবিয়া দেখিয়াছে তাহারা
অবস্থা সংশোধিত করিয়া উঠিতে
[illegible] বিদ্যা দান এই আশিষ্ট
পায় নাই।

প্রভাকর সংবাদ কাতা বলে
কম দারিদ্র্যের প্রাদুর্ভাব হইতে-
তুমি হইতেছে।

প্রেরক মধ্যকারতবর্ষের নবীন
ক্রমশঃ বিচারালয়ে ঘটিত
ব্যঙ্ক লিখিয়াছেন। একদিবস
নিকট আসিয়া হটাৎ চীৎ
নামী তাঁর নিজি দ. (অর্থাৎ পাঠক)
এক দুটি ধারা বাবুয়ার
সংকারী কমিশনর এই কাণ্ড
জোগাড় করিলেন। কিন্তু কয়েক
মাইলের মধ্য আঘাত প্রাপ্ত হই
পূর্ব্ব পুলিস সেনারা এই সংবাদ
কালুকে কাজিম চড়াইয়া তাহাকে
কুক্কাকালী পুরের এক কোণে
সে সেইস্থানে সেই ছুরিখানা
অন্যেকস্থানে আঘাত করিল।
কয়েক জন সিপাহীকে ডাকিতে
তথা হইতে পলায়ন করিল সে-
তাহাকে গুলি করিবার আজ্ঞা
পরে এক জন সিপাহী তাহাকে
[illegible] বাদে ঐ ব্যক্তিকে এই নিষ্ঠু
আঘাত করাতে সে মুক্তি-কে এ-

ও দোকানদার যে কিঞ্চিৎ তাঁকে কিছু উৎকোচ দিয়াছিল, কিন্তু তিনি আমা লোকের নিকটে অধিক করে টাকা লইয়া তাহার বিষয়ে কিছুমাত্র ম-নোযোগী হন নাই। সে তাহাকে সর্ব্বদাই বই দাকে) প্রথমতঃ তাহার জীবিত থাকা দুঃখ এই বিবেচনা করিয়া সে সেই দুর্ভ আমলাকে বধ করিয়া নিজ প্রাণত্যাগ করিল ইহা আর্থানি-সের বিচারালয়ের ও পোর একটা টীকা। কবে আমাদিগের দুর্দ্দশার দূর হইবে।

কাণ্ডালার রাজার মোকদ্দমার শেষ হইয়া-ছে। ৭ জন পুলিস সিপাহির দুই মাস অবধি ছয় মাস পর্য্যন্ত মেয়াদ হইয়াছে।

মাদ্রাজ টাইমস বলেন লর্ড উইলিয়ম বে-ন্টিক পুনর্ব্বার পূর্ব্ব গবর্ণমেণ্ট বাটীতে আসি-তেছেন। তথা হইতে গবর্ণমেণ্টের যাবতীয় আফিস পুনর্ব্বার দুর্গমধ্যে যাইতেছে। বোধ হয় ভেংক ভারতবর্ষীয় গবর্ণমেণ্ট মীমাংসা হইতে নূতন বাটী প্রস্তুত করিবার বিষয়ে সম্মত হন নাই।

মথুরার রাণীর ফাঁসী হইবার আজ্ঞা হইয়া-ছে। তাঁহার কনিষ্ঠা ভগিনী এক জন সামান্য ক-র্ম্মচারীর সহিত ব্যভিচারদোষে লিপ্ত হওয়াতে রাণী তৈমুক সাধাহ্নি পাইয়াছিলেন। শীঘ্র আমার সাক্ষাতে রাত্রিকালে তাঁহার প্রাণ বধ করেন তাঁ-হার মৃতদেহ এক কলাবাগানের নীচে সমাহিত হয় কিন্তু নর্ত্তকী হওয়ার রাত্রিতে রাণীর বাটীতে ছিলেন। সে ম্যাজিষ্ট্রেটকে সংবাদ দেওয়াতে মৃত দেহ বাহির করা হয়। সেসিয়ন জজ রাণী ও তাঁ-হার ভ্রাতা ও আর দুই জনের ফাঁসী ও এক জ-নকে যাবজ্জীবন দ্বীপান্তর প্রেরণের আজ্ঞা দেন। মান্দ্রাজের প্রধানতম বিচারালয় ইহার পরিবর্ত্ত করিয়া রাণীও তাঁহার ভ্রাতার ফাঁসী নবচর দুই জনের দ্বীপান্তর ও অপর ব্যক্তির মুক্তির আজ্ঞা দিয়াছেন। এই আজ্ঞা হওয়াতে অনেকে বিস্ময়া-পন্ন হইয়াছেন এরূপ বিচার বিস্ময়েরই বটে

গতরবিবার অবধি বোম্বাই রেলওয়ে ও দমদমার কৌশল খুলিয়াছে। যদি কলবুক মহো দয়, পূর্ব্ব বাঙ্গালার রেইলওয়ে কম্পানি রবিবা-রেও বাষ্পীয় শকট চালাইবেন। ইংলণ্ডে ইহা অবিবাদে চলিয়া থাকে কিন্তু ভারতবর্ষে আর্ক বিশপই এবার বিষম বিরোধী।

২৭এ ফাল্গুন শুক্রবার।

কিনিক বলেন লর্ড চারলস ট্রিবিলিয়ান কলি-কাতার অনেকটি বাটী চিকিৎসালয় উঠাইয়া দিবার প্রস্তাব করিয়াছেন। কলিকাতার একাধে হাটী ও জনারীয়র প্রভৃতি অনেক স্থানে আর ক-য়েকটা আছে। এক্ষণেবে রীতিতে সাত দশ চিকিৎ

সালয়ের কার্য্য হইয়াথাকে, সুতরাং উঠিয়া গে-লে লোকের বড় ক্ষতি নাই, অথচ গবর্ণমেণ্টের কিছু লাভ হইতে পারে বটে কিন্তু অনুধাবন করিয়া দেখিলে ঐ গুলি উঠাইয়া দিলে বড় অন্যায় হইবে। যাতে উহারা অবস্থা সংশোধিত হইয়া উহা দরিদ্রের পক্ষে ফলোপধায়ী হয়, সেই চেষ্টা করিবা।

নিম্ন লিখিত গবর্ণমেণ্টে ১৮৭০। ৭১। ৭২ অব্দে নিম্ন লিখিত পরিমাণে টীকা উদ্ধৃত হইয়াছে।

	১৮৭০	১৮৭১	১৮৭২
ভারতবর্ষীয় গবর্ণমেণ্টে	২১০ ৫৩০৮৯	৩৯	১৮৮১১৬ টাকা
	৭৪ ৯৩	৬৬০৮৮১৬	৮১১ ৬৪
উত্তর পশ্চিম গবর্ণমেণ্টে	৩১ ৯৪	২৮৯১৩৩৩৫	৩৪ ২
[illegible]মেণ্টে	১৭১৯৩৯	৩৯১৪১৬	৮৩৫৩
[illegible] গবর্ণমেণ্টে	২৫৭৩৬৯	৫৮৫৯১৩	১০৬৫৫২০৪
মধ্য দেশীয় গবর্ণমেণ্টে	৪৫	৭২৪	৪৬৪৩০৪৪
দক্ষিণ [illegible] মেণ্টে	১৩১৬৬	১২২৯	১৫২৯৮১৫
মান্দ্রাজ গবর্ণমেণ্টে	১১৩৬২ ৬	৫৮৫৫৫২২	২২৭ ১৩

বোম্বাই গেজেটে লিখিত হইয়াছে শীঘ্র পেনিন সুলার আরিয়েণ্টেল কোম্পানির আফিস সুয়েজ হইতে বেল আসিবার ভার সমর্পিত হইবে, উ-ক্ত হইতে আহার আসিলেই কার্য্য আরম্ভ হইবে।

লাহোরক্রনিকেল বলেন ১৮৭২ অব্দে পঞ্জাব প্রদেশের হেড্‌আদালত সমূহে ৩,০৫১ মোকদ্দমা উপস্থিত হইয়াছিল। তন্মধ্যে লাহো-রে ৫৬০ আপিলের ২৫ নীতিতে ৫৯৪ পেশো-য়ারে ৪৪৬ দিল্লীতে ৫৫৮ মকদ্দমার বিচার হই যাছে। অবশিষ্ট মকদ্দমার আজিও নিষ্পত্তি হয় নাই।

তিনি আরো বলেন, লর্ড চারলস ট্রিবিলি য়ন রাজস্বসংক্রান্ত কার্য্যে দক্ষ, এরূপ এক জন সিবিলিয়ানকে নিযুক্ত করিবার অভিপ্রায় করি-য়াছেন। এ,এ ডিউক লংকেষ্টরাই ঐরূপ প্রাপ্তির সম্পূর্ণ উপযুক্ত।

[redacted]

... [illegible] ... করিয়া ... [illegible] ... সোমপ্রকাশ ... [illegible] ... হইয়াছিল। ... [illegible] ... করিবেন।

... [illegible] বলেন ... [illegible] ... হইবেন। ... [illegible] ... হইল।

... [illegible] বলেন ... [illegible] ... ১৫০০ টাকা ... [illegible] ... বিক্রয় করিয়াছেন। ... [illegible] ... মুদ্রা বৃদ্ধি হইয়াছিল।

আগামী ১৩ই মার্চ ... [illegible] ... হইবে।

২৮শে ফাল্গুন বুধবার।

... [illegible] ... স্বীকৃত হইয়াছে।

...	... [illegible]	...
... ১৮৬০	১৮৫৫-৫৬ ...	২৭৮২৭০০
... ১৮৬১	১৮৫৮ ...	২০৬৭৯৭০

... [illegible] বলেন ... [illegible] সাহেব ... [illegible] ... টাকা দণ্ড হইয়াছে ... [illegible]

...	টাকা	টাকা
...	... [illegible]	... [illegible]

... [illegible] ... পরিবর্ত্ত হইয়া ... [illegible]

... [illegible] বলেন ... [illegible] ... টাকা দণ্ড হইয়াছে এবং ... [illegible] ... কারাবাস ও পাঁচ ... টাকা দণ্ড হইয়াছে। শেষোক্ত ব্যক্তি আপীল করিয়া মুক্ত হইবার অনুমতি পাইয়াছে। ... [illegible] ... কলিকাতা প্রধানতম বিচারালয়ে ... [illegible] ... হইবে।

... [illegible] বলেন ... [illegible] ... আবেদন করিয়াছেন। ... [illegible] ... আছে।

তিনি আরো বলেন, ... [illegible] ... বিচারার্থ ... [illegible] ... বিচার করিতেছিলেন, ... [illegible] ... প্রহার করিয়াছে। এ একটী ... [illegible] ...

হিন্দু পেট্রিয়ট বলেন, ... [illegible] ... হইয়াছে। ... [illegible] ... আক্রমণ করিয়া ... [illegible] ... প্রহার করিয়াছে।

... [illegible] ... বলেন এক জন পুলিস ... [illegible] ... ১৮ই ফেব্রুয়ারি ... [illegible] ... ব্যবহার করিয়াছে ... [illegible] ...

... [illegible] ... বলেন ... [illegible] ... টাকা ... [illegible] ... পড়িয়াছে ... [illegible] ... হইয়াছে। ... [illegible] ... করিতেছে।

... [illegible] বলেন ... [illegible] ... টাকা ... [illegible]

তিনি আরো বলেন ... [illegible] ... হইতেছে।

... [illegible] ... লোক ... [illegible] ... গমন করিতেছেন। ... [illegible] ... স্ত্রীলোকের ... [illegible] ... করিতে পারিবেন।

... [illegible] ... এক ব্যক্তি ... [illegible] ... করিয়া ... [illegible] ... সে ব্যক্তি ধৃত হইয়াছে। ... [illegible] ...

আগরা, মথুরা প্রভৃতি ... [illegible] ... হইতেছে ... [illegible] ...

... [illegible] ... সাহেবের ... [illegible] ... হইতেছে। ... [illegible] ... বটে।

... [illegible] ... উচিত।

১৮৬২ সালের ৩১এ জুলাই ... [illegible]

পর্য্যন্ত [illegible] টি দেউলিয়া মোকদ্দমা।

দেউলিয়াদিগের ঋণ ৩৬,০৫,[illegible] ৬৬০ এবং [illegible] তাহাদিগের সম্পত্তি বিক্রয় ১,০০,৬৩৪৪ [illegible] আদায় হইয়াছে। এক মা-[illegible] মাসে ১৭১ মোকদ্দমা হয়। ঋণ ২৩৩,[illegible] ২৪৩ [illegible] টাকা আদায়; দেউলিয়া দি-[illegible] [illegible] এখ মুক্ত আছে [illegible] [illegible] নামক এক [illegible] বণিকের মোকদ্দমা [illegible] [illegible] বিশেষ প্রতিবাদ [illegible] তাহাদিগের মধ্যে এই সকল [illegible] যোগাড় দেওয়া কর্ত্তব্য। উহাদিগের [illegible] কি? সুবিধা [illegible] আপনারা [illegible] ভাব, হইলে এত কষ্ট সহ্য করিতে হয়

[illegible] আমরা ব্রাহ্মদিগের ধর্ম্মহিত [illegible] [illegible] যে প্রতিবাদ করিতেছি, [illegible] হইতেছে। ঢাকা, প্রকাশের [illegible] এই হাস্যকর অনুষ্ঠানের [illegible] করিয়া বলিয়াছেন, অন্য অন্য ব্রাহ্ম [illegible] কলিকাতার সমাজের এই নির্ব্বুদ্ধিতার অ[illegible] [illegible] করেন। ব্রাহ্ম সমাজ ও তাঁহাদিগের [illegible] বাধা দেন না কেন, ব্রাহ্ম স-[illegible] [illegible] বলিবাদিতে [illegible] সম্মত হইবেন না।

[illegible] কৃষি সমাজের প্রদত্ত পুরস্কার [illegible] মধ্যে আমরা দেখি [illegible] [illegible] [illegible] [illegible] দিগের নাম দেখিতে পাইতে হ[illegible]। ইহাঁ[illegible] [illegible] উৎপাদন করিয়াছিলেন। কি [illegible], কি কলিকাতার কৃষি সমাজ কৃষিকার্য্যে [illegible] উন্নতিসাধন করিতে পারিতেছেন না। [illegible] সাধন করিতে হইলে কৃষকদিগের [illegible] শিক্ষা ও উৎসাহ দেওয়া আবশ্যক। [illegible] [illegible] সংবাদ দাতা [illegible] [illegible] কোটি হইতে পারে [illegible] মধ্যে [illegible] [illegible] দেখান [illegible] হইতে। [illegible] আফগান দিগকে [illegible] [illegible] ১২০০০[illegible] [illegible] [illegible] [illegible] সম্প্রতি [illegible] [illegible] গমন করাতে পার-[illegible] [illegible] করিয়া ছিলেন। [illegible] বলিয়াছেন গোমান [illegible] অধীনস্থ [illegible] [illegible] প্রেরণে স্বীকার নাই, [illegible] সাহেব [illegible] আসিয়াছেন [illegible] তিনি [illegible] হইয়া আমীর [illegible] সহিত সন্ধি করিয়া ছিলেন।

আসাম চা-কোম্পানি তাঁহাদিগের [illegible] [illegible] সাহেবের নিকট হয় লক্ষ টাকায় বিক্রয় করিয়াছেন। গত বর্ষে তাঁহারা ৪৫৮ জন মজুর [illegible] হইয়া যান। তাঁহারা আ[illegible] [illegible] এক [illegible] সময় করিবার [illegible] রাখিবেন সমর্থ করিবা হন।

[illegible] মহারাজা [illegible] এক মেলা করিয়াছিলেন। তিন বৎসরাবধি এই মেলা হইতেছে। এবংসর [illegible] লোক আগমন করেন এবং ৮,৬৪,০৭০ টাকার দ্রব্য বি-ক্রীত হয়। এবংসর [illegible] [illegible]। আমরা [illegible] না করি [illegible] [illegible] যে শিল্প প্রদর্শন করিবার প্রস্তাব করিয়াছেন তাহা সফল হইবে

[illegible] [illegible] তুলার উপর রাহাদারী কর উঠাইয়া দিয়াছেন।

এবংসর ভারতবর্ষের কৃষিসমাজে ৮৮২ জন সভ্য আছেন। ইহাঁদিগের মধ্যে ১০৪ জন গত-বর্ষে সভ্য শ্রেণীতে প্রবেশ করিয়াছেন। সভা এতদ্দেশীয় কৃষকদিগকে গতবর্ষে ১,১২৫ টাকা পুরস্কার ও ১০,০৪৫ টাকার বীজ বিতরণ করিয়াছেন। সভা হইতে ৮২২৩ টাকা দেওয়া হইয়াছে। সভা মফস্বলের কৃষকদিগকে ইউরোপীয় কৃষি প্রণালী শিক্ষা দিবার চেষ্টা করুন।

কয়েক মাস হইল বাকরা পর্ব্বতের নিকট এক জন [illegible] ইউরোপীয় সৈনিকের মৃত দেহ দৃষ্ট হয়, আহম্মদ আলী নামে এক ব্যক্তি [illegible] সম্পত্তির লোভে তাহাকে আক্রমণ করিয়া শেষে বধ করে। ঐ দুরাত্মার ফাঁসী হইয়াছে।

১৯শ টৈত্র শুক্রবার।

[illegible] বলেন, গত শুক্রবার এক জন [illegible] [illegible] [illegible] উদ্দেশে দাঁড়াইয়া অশ্লীল গান করিয়াছিল বলিয়া মাজিষ্ট্রেট তাহার ১০ টাকা দণ্ড করিয়াছেন। ব্রাহ্মণগণই মি[illegible] [illegible] নীতি শিক্ষার উপায়।

উক্ত পত্র [illegible] বলেন পাইকপাড়া গবর্ণমেণ্ট সাহায্য প্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক [illegible] [illegible] ঐ স্কুলের উন্নতির নিমিত্ত [illegible] [illegible] মাসিক ১৪ টাকা প্রদান করিতেছেন

উক্ত পত্রে আরো দৃষ্ট হইল বিশ্বনাথ [illegible] নামক এক ব্যক্তি [illegible] পয়সার [illegible] [illegible] করিয়া টাকা বলিয়া এক টাকার মিঠাই ক্রয় করিয়াছিল, মিঠাইওয়ালা তাহাকে ধরিয়া ঐ টাকা সমেত দারোগার নিকটে উপস্থিত হইল। ক্রুদ্ধ চোর দারোগার হস্ত হইতে সেই টাকা লইয়া মুখে ফেলিয়া দিল, মাজিষ্ট্রেট তাহা শুনিয়া পরীক্ষার্থ ঐ চোরকে মেডিকাল কালেজে প্রেরণ করিয়াছেন।

উক্ত পত্র আরো বলেন ইন্দোরের এক ব্যক্তি [illegible] করিবার উদ্দেশে কতকগুলি [illegible] সংগ্রহ করিয়াছে [illegible] [illegible] গবর্ণমেণ্ট

অনুমতি [illegible] যে ব্যক্তি উহার [illegible] [illegible] হইবে তাহাকে বিজ্ঞাপিত [illegible] [illegible] হবে।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] অবস্থা [illegible] [illegible] [illegible] অনুমতি দিয়াছে

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] একটী [illegible] করিয়া সকলকে [illegible] দিয়াছিলেন তাহাতে প্রায় ৫০০ টাকা [illegible] হয়।

২২শ টৈত্র শনিবার।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] সময়ে আসামী [illegible] [illegible] [illegible] ঐ [illegible] [illegible] [illegible] [illegible] তাহাকে প্রাণ [illegible] হেন

[illegible] [illegible] [illegible] এক ব্যক্তি [illegible] [illegible] [illegible] পরীক্ষার [illegible] [illegible] করিয়াছিল। [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

তিনি আরো বলেন, [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] করিয়া এক [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] উপস্থিত হইয়া [illegible] [illegible] করিয়াছে।

[illegible] [illegible] [illegible] কলিকাতায় আসিতেছেন এবং এখানে আসিয়া [illegible] সেক্রেটারি হইবেন।

অভিনন্দন পত্র।

মহামহিম শ্রীযুক্ত সর [illegible] [illegible] গবর্ণমেণ্ট ভারতবর্ষীয় সেক্রেটারি মহোদয়েষু।

মাননীয় মহাশয়! আপনার [illegible] [illegible] শাসন কার্য্য দর্শন করিয়া আপনার প্রতি [illegible] দিগের যে ভক্তি ও কৃতজ্ঞতার [illegible] হইয়া [illegible] আমরা [illegible] [illegible] একত্রিত হইয়া এই অভিনন্দন পত্র দ্বারা [illegible] প্রকাশ করিবার অনুমতি প্রার্থনা [illegible]

ইংলণ্ডেশ্বরী [illegible] [illegible] [illegible] [illegible] ও ইহা প্রকাশ করেন [illegible] [illegible] [illegible] হইয়া এদেশের শাসন [illegible] [illegible] [illegible] ভারতবর্ষীয়দিগের মনে [illegible] [illegible] দৃঢ়তর বিশ্বাস জন্মিয়াছে

[illegible] গবর্ণমেণ্ট সকল [illegible] [illegible] [illegible] ভারতবর্ষীয় [illegible] [illegible] [illegible] [illegible] আইন ও [illegible] প্রবর্ত্তিত করিয়াছেন, [illegible] [illegible] [illegible] [illegible] কার্য্যের [illegible] [illegible] হেন। শাসন সংক্রান্ত [illegible] [illegible] [illegible] [illegible] ও সাধারণের উন্নতিসাধন, [illegible]

...ংরেজ, পরিশ্রমবিষয়ে উৎসাহ দান, এবং ...দেশীয় রাজা ও জমীদার গণের প্রতি সদ্ব্যবহার ইত্যাদি কার্য্য দ্বারা কেবল যে ইংলণ্ডের ... এতদ্দেশীয়দিগের ভক্তির উদয় ও তাহা... পরিসংস্থাপন ও উন্নতি বর্দ্ধন হইয়াছে এরূপ ...য় আপনি যে সত্তম প্রণালী অবলম্বন করি... এতদ্দেশের শাসন বিষয়ে বহু প্রকাশ করেন ... ঐ... বিলক্ষণ প্রতিফল হইয়াছে।

...একণে এতদ্দেশীয় ও ইউরোপীয় অবৈতনিক ...ব্যবস্থাপক গণ ব্যবস্থাপক সভায় প্রবেশ করি... ...ছেন, স্থানীয় ব্যবস্থাপক সভা হইয়াছে, প্রধান বিচারালয় ও তাহার মধ্যে এক জন এত... ...দেশীয় বিচারপতি হইয়াছেন, সাধারণ সাক্ষা... প্রতিযোগিতা দ্বারা কর্ম পাইবার পক্ষে যে ...ু প্রতিবন্ধক ছিল, তাহার অনেক ...য়াছে। যাহাতে এতদ্দেশীয়েরা ক্রমশঃ স্বদেশ ...র কার্য্যে সমর্থ হইতে পারেন, তাহার উপায় ...লম্বন করা হইয়াছে। এ সমুদায় আপনার ইং... ...রাজীকে সংশয় মর্ম দানের ফল, তজ্জন্য ... আপনার নিকটে চির বাধিত হইয়াছি।

...মহাশয়! আমাদিগের দৃঢ়তর সংস্কার এই ...ছে যে ভারতবর্ষের প্রধান শাসন কর্ত্তার ও এক ...জন মহাশয় প্রতিনিধি আবশ্যক এবং আপনা... ...প্রধান কার্য্য সম্পন্ন উপযুক্ত ও ভারতবর্ষের ...প্রধানতা আছেন এই প্রকার এক সভ্যের ...ও প্রয়োজন! তথায় দুই জন উপ... ...ক ভারতবর্ষীয় সেক্রেটারির মন্ত্রোপকারী ...নী শাসনপ্রণালী যে স্থাই আমাদিগের ...সংস্কার জন্মিয়াছে ইহাদ্বারা আমরা ভা-... ...বিষয়ী ও আপনাকে লক্ষ করিতেছি আপ-... ...নার কার্য্য দ্বারা স্পষ্ট প্রতীয়মান হইতেছে ...স্থানীয় গবর্ণমেণ্ট ও মহাসভা এ উভয়ের মধ্যে ...র এক কর্ম চারী থাক। আবশ্যক এই কর্ম ...বি অবশ্যই মহাসভার নিকটে সাক্ষাৎ সম্বন্ধে ...ী হইবেন।

...ভারতবর্ষীয়দিগের প্রতি ব্যবহারের বিষয়ে ...লণ্ডের অতিশয় স্বাধীন ও বদান্যভাব দৃষ্টি... ...হিয়াছেন এবং আমাদিগের মনে যে সকল ...ধীন ভাবের উদয় হইয়াছে তাহা। আমরা ...লণ্ডের মহাসভা ও সর্ব্বসাধারণের চেষ্টা ও ...দ্বারা প্রাপ্ত হইয়াছি। আমরা মুক্তকণ্ঠে ...কার করিতেছি চিরদিনের জন্য ভারত রাজ্য শাসন ...বর্ষে হওয়া কর্ত্তব্য এবং স্থানীয় গবর্ণমেণ্ট ...কে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা ...দান পরামর্শসিদ্ধ কিন্তু মূল নিয়ম ও সাধার-... ...পরিবর্ত্তের বিষয়ে যাহাতে সামঞ্জস্য বিচার পরা... প্রদর্শন আবশ্যক সেস্থলে আমরা স্পষ্ট ...ে বলিতেছি আমরা ইংলণ্ডের বিচার প্র... ...কি। তথায় অত্যুত্তম মন্ত্রণা উক্ত পাওয়া ...এবং তাঁহারা স্থানীয় কুসংস্কার ও অনুরোধ ...ত হইয়া ভারতীয় বিষয় স্থির ও পক্ষপাত ...য় চিত্তে বিবেচনা করিতে পারেন।

...ভারত গবর্ণমেণ্ট ও ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট এ ...ের মধ্যস্থলে যে এক জন কর্ত্তৃত্বকারীর আব... ...কতা আছে তদ্বিষয়ে প্রমাণান্তর তাহার সম্ব... ...করিবার প্রয়োজন করে না। আপনি কর্ত্তৃত্ব ...পাত ও ক্রম বিকৃত ও চিরস্থায়ী বন্দোবস্ত

বিভাগের আজ্ঞা দিয়া যে সকল পত্র গবর্ণর জেনরলকে লিখিয়াছেন সেই সকলই ইহার নিরন্তর সাক্ষ্য দিতেছে। আপনি প্রথমোক্ত বিষয়ে সংক্ষেপে যে দুই মত প্রকাশ করিয়াছেন, তদ্দ্বারা ভারতবর্ষীয়দিগের ... অনিশ্চিত অনিষ্টকর আত্যাচার দূর, এবং সত্যতা বিরুদ্ধ আইনের অধম হইয়া শ্রেণী বিশেষের দাস হইবার ভয় হইতে মুক্ত হইয়াছেন।

এই সকল সংস্কার হওয়াতে আমরা আগ্রহ সহকারে অকপটচিত্তে আশা ও প্রার্থনা করিতেছি। ভারতবর্ষশাসনের বর্ত্তমান প্রণালী যেন পরিবর্ত্তিত না হয় এবং করুণাময় পরমেশ্বরের অনুগ্রহে ভারতবর্ষীয়েরা আপনার শাসনাধীনে থাকিয়া আপনি ইংলণ্ডবাসীকে সৎপরামর্শ দিয়া তাঁহাদিগের যে উপকার করিতেছেন তাহা তাঁহারা দীর্ঘকাল ভোগ করিতে পারিবেন।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টনেণ্টগবর্ণরের ২৬৫

আদেশানুসারী নিয়োগ।

জে, এইচ অনটন সাহেব হুগলীর ২য় শ্রেণীর সহকারী পুলিস সুপরিণ্টেণ্ডেণ্ট হইবেন।

ডব্লিউ কেম্বল সাহেব বেহারের ১ ম শ্রেণীর সহকারী পুলিস সুপরিণ্টেণ্ডেণ্ট হইবেন।

আর, এইচ, জি ইরবিন সাহেব মেদিনীপুরের ২ য় শ্রেণীর সহকারী পুলিস সুপারিণ্টেণ্ডেণ্ট হইবেন।

নিম্নলিখিত ব্যক্তিরা নিম্নলিখিত স্থানের ৩ য় শ্রেণীর সহকারী পুলিস সুপারিণ্টেণ্ডেণ্ট হইবেন।

সি, জেনিস	মেদিনীপুর
জে, এম ম্যাকডুইন	চাম্পারণ
সি, কি ক্যাসেল	ত্রিহুত
আর, এইচ বেলি	পুর্ণিয়া
এল, টি বিশপ	পাটনা
এইচ, উলফিন্স	হুগলি
কে চ্যাপম্যান	রাজসাহী
জে, ডি, এল হটন	রঙ্গপুর।

২রা মার্চ—জে সাটক্লিফ বি এ প্রেসিডেন্সির সিবিল ইঞ্জিনিয়ারিং কালেজের প্রতিনিধি অধ্যক্ষ ও অধ্যাপক হইবেন।

জে, ডবলিউ জে ডিপেঞ্জন বি, এ প্রেসিডেন্সি কালেজের প্রতিনিধি অধ্যাপক হইবেন।

রঙ্গপুরের প্রতিনিধি প্রধান সদর আমিন বাবু রামতারক রায় ৯ই ডিসেম্বর হইতে তথাকার প্রধান সদরামেনের রেজিষ্টারের প্রতিনিধি হইয়াছেন।

বাজসাহির সদর আমিন বাবু গোপাল চন্দ্র ঘোষ ২০এ ডিসেম্বর অবধি তথাকার প্রধান সদরামেনের রেজিষ্টার হইয়াছেন।

বালেশ্বরের সদর আমিন বাবু কালীপ্রসাদ দত্ত ৫ ই ডিসেম্বর হইতে তথাকার প্রধান সদরামেনের রেজেষ্টর হইয়াছেন।

৩রা মার্চ—বাঁকুড়ার [illegible] ডেপুটী কালেক্টর [illegible] মৌজ জবা নামক [illegible] ডিষ্ট্রিক্টের সম্পূর্ণ ক্ষমতা [illegible]

৪ঠা মার্চ—শ্রীরামপুরের ডেপুটী ও ডেপুটী কালেক্টর জে, ডিকুজ [illegible] র ম্যাজিষ্ট্রেটের সম্পূর্ণ ক্ষমতা পাইয়া...

৫ ই মার্চ—সি বড়ুয়ালি সাহেব [illegible] র ১ আইন অনুসারে [illegible] ও মাণ্ডির হইবেন এবং [illegible] অনুসারে [illegible] ছেন।

দ্বিতীয় শ্রেণীর সব [illegible] দেরের ডি ডবলিউ ... সাহেব ১ ম শ্রেণীর [illegible]

পূর্ব্ব বিভাগের সব [illegible] সরবেয়র আর বাড়কে সাহেব [illegible] ১ ম শ্রেণীতে প্রবেশন [illegible]

ঢাকাদি বাম বিভাগের তৃতীয় [illegible] আসিষ্টাণ্ট রেবেনিউ সরবেয়র [illegible] দের ২ য় শ্রেণীতে উন্নিত হইবেন।

দক্ষিণ বিভাগের [illegible] রেবেনিউ সরবেয়র জে, ই, [illegible] শ্রেণীর প্রবেশন [illegible]

পূর্ব্ব সীমান্তের [illegible] নিউ সরবেয়র এফ, এম, [illegible] শ্রেণীতে উন্নিত হইবেন।

পশ্চিম বিভাগের [illegible] সরবেয়র এইচ, আর সি [illegible] শ্রেণীতে প্রবেশন [illegible]

আরাকান বিভাগের [illegible] নিউ সরবেয়র সি, ডি, উইলসন সাহেবের তৃতীয় [illegible] নীতে উন্নিত হইবেন।

২৬৬

পত্রপ্রের [illegible]।

অবিচার [illegible] রণাপরাধে [illegible] লিখিত হইয়াছে। [illegible] ছাদের পর এক, মাস, হয়া গুণ আরোহ [illegible] এলাহাবাদের [illegible] বারুইপুর [illegible] [illegible] তৃতীয় পত্র, আমরা সম্বাদে প্রাপ্ত হইয়া এ পত্র আমাদি প্রেরণ হইবার পূর্ব্বে [illegible] দার, প্রথম পত্র প্র [illegible] বিত হইয়াছে।

প্রে ত।

শ্রীযুক্ত সোম [illegible] প্রকাশ সম্পাদক মহাশয়! [illegible]

মহাশয়! [illegible] পরাক্ষে [illegible] চন্দন নগর গ্রাম [illegible] তৃতীয় [illegible]

… সন্তুষ্ট হইয়া গিয়াছেন। … উপলক্ষে প্রায় তথায় ২০০ শত … উপস্থিত হইয়াছিলেন। … মধ্যে ২টী সুমধুর … পরিতৃপ্ত করিলে। … নাথ শর্ম্মা, উপাচার্য্য মহাশয় … দ্বারা সকলের মন আর্দ্র করিয়া … নিয়মিত উপাসনা হইলে আর … তৎপরে শ্রীযুক্ত … প্রাণ মহাশয়, ব্রাহ্মধর্ম্মের … বক্তৃতা করিলেন সমাজভঙ্গ হইল। … মধ্যে এই ক্ষুদ্র সমাজের … উন্নতি হইয়াছে। … একটি বালিকা … সমাজ আছে, … ক্রমে ১১৬টী … থাকে এবং … উপলক্ষে একবার … ইংরাজী বাঙ্গালা বিদ্যালয় আছে, … বালক বিদ্যাশিক্ষার সহিত … উপদেশ প্রাপ্ত হইয়া থাকে। এই … নির্ব্বাহ এবং সংকার্য্যে দান জন্য … প্রতিষ্ঠিত হইয়াছিল, তাহার … বিবাহের আনুকূল্যার্থ আপনার … করা হইল, অনুগ্রহপূর্ব্বক … বিবাহ প্রচারিণী সভার সম্পাদক মহা… পাঠাইলে চন্দননগরের … অতিশয় বাধিত হইবেন।

… শর্ম্মা।

তাঁহারও অমুকের ইচ্ছা ছিল না, কিন্তু ক্রমে নীলকরদের সাহেব প্রেরিত ছোট আদালত স্থাপন জন্য হইবামাত্র উক্ত সেরেস্তাদারের আপ… বিবার সম্বন্ধে দায়ের হওয়ায় সাহেব আসা… ছিত হইয়া, তৎকালে সেরেস্তাদারী পদে নিযুক্ত করেন, তৎপরে সাহেব পুনর্ব্বার বদলি হইয়া আসাতে উক্ত সেরেস্তাদার পূর্ব্ববৎ এখানেও নিযুক্ত হইয়াছেন সম্পাদক মহাশয়! এস্থলে কি এই বিবেচনা হয় না, যে, রাইট সাহেব উক্ত লোকের সাহায্য বিনা কর্ম্ম করিতে পারেন না, অথবা যেরূপ স্বয়ং রাইট সাহেব ব্যতিরেকে অন্য ব্যক্তি ঐরূপ নিকট কর্ম্ম করিতে সক্ষম নহেন, যাহা হউক এই উপলক্ষে আমরা রাইট সাহেবকে এক টী কথা জিজ্ঞাসা করি, যে, উপনিবেশ রাজপুরুষ দিগকে অথবা বিচারকদিগকে এক স্থান হইতে আনাইয়া দিয়া স্থানান্তরে নিযুক্ত করিতে যে … পুনঃ নিষেধ করিয়াছেন তিনি সে নিষেধ আজ্ঞা কে কি গ্রাহ্য করেন না? অথবা গবর্ণমেন্ট কি সে আজ্ঞা হইতে তাঁহাকে মুক্ত রাখিয়াছেন?

প্রশংসিত সাহেব এখানে আসিয়া কয়েক দিন যে কএকটী মোকদ্দমার বিচার করিয়াছিলেন তাহা নিতান্ত নিন্দনীয় নহে বরং কোন কোন মোকদ্দমায় বিলক্ষণ পাণ্ডিত্য প্রকাশ করিয়াছিলেন। তাদর্শনে আমরা যার পর নাই সন্তুষ্ট হইয়া সতত জগদীশ্বরের সন্নিধানে সাহেবের এ স্থানে চিরস্থায়িত্বের প্রার্থনা করিতাম কিন্তু এখন সে কথা মনে হওয়া দূরে থাকুক। তিনি কবে স্থানান্তরিত হইবেন সর্ব্বদা এই প্রার্থনীয় হইয়াছে। সম্পাদক মহাশয়! দুঃখের কথা বলিতে গেলে অগ্নি জ্বলিয়া উঠে, তবে না বলিলেও নয় এই জন্য কিঞ্চিৎ বলি। এই পাবনা অধীনে বুলাতি ফুটির সাহেবের সহিত উক্ত প্রদেশের ক্ষুদ্র ক্ষুদ্র তালুকদার এবং প্রজাগণের কয়েক বৎসর অবধি ঘোরতর বিবাদ হইতেছে, উক্ত নীলকর সাহেব কখিত তালুকদার এবং প্রজাগণকে উৎসন্ন দিবার জন্য আইনের ও ফৌজদারি আদালতে যত পারিয়াছেন মোকদ্দমা করিয়া পরাস্ত হইয়া কএক দিন নিতান্ত দীন অবস্থায় ছিলেন। কিন্তু এখানে ছোট আদালত স্থাপিত হওয়াতে উক্ত নীলকর সাহেবের পক্ষ হইতে প্রজাদিগের নামে এককালে ৪০০। ৫০০ শত মোকদ্দমা উপস্থিত হইবার প্রশংসিত জজ সাহেব প্রথম প্রথম নিরপেক্ষরূপে বিচার করিয়া সাহেবের প্রায় ১০০ মোকদ্দমা ডিসমিস করিয়া প্রজাগণকে ডিক্রী দেন। এই সময় রামপুরবার সদর কুঠীতে সাহেবের বাটী হইতে এক জন সদর মোক্তার এবং এক জন প্রধান কর্ম্মাধ্যক্ষ সাহেব আসিয়া কি মন্ত্র দিয়া গেল যে সেই অবধি জজ সাহেব প্রজাগণের উপর খড়্গহস্ত হইলেন এবং সেই অবধি আর তাঁহার মুখ হইতে ডিক্রী ভিন্ন ডিসমিসের কথা প্রায় বাহির হয় না, বরং যে সকল মোকদ্দমা পূর্ব্বে ডিসমিস করিয়াছিলেন পুনর্ব্বার পুনর্ব্বিচারের দরখাস্ত লইয়া সেই সকল মোকদ্দমায় এইক্ষণ ডিক্রী দিতেছেন। সম্পাদক মহাশয়! এইক্ষণ আপনি আমাদিগের হইয়া এক…

যে সকল মোকদ্দমা পূর্ব্বে তাহার দোষে ডিসমিস করিয়াছিলেন, তাহার কি আইনানুসারে বিচার হয় নাই? যদি বলেন এই সকল মোকদ্দমার বিচার আইনানুসারেই হইয়াছে, তবে এক্ষণে কেন তাহা পুনর্ব্বার অন্যথা হয়, আর বলেন বাস্তবিকই বিচারে ভ্রম হইয়াছিল আমাদিগের বক্তব্য এই যে তিনি কি … কালে আইন দেখেন নাই, রামপুরের মোক্তার এবং অধ্যক্ষ সাহেব আসিয়া … ক্রম বলিয়া দিয়া কি তাঁহার দিব্য চক্ষু … দিয়াছেন?

মহাশয়! ইহাতেই শেষ হইল না আরো আছে শুনুন, নীলকরেরা প্রজাদিগের … এই মর্ম্মে সাট্টা লিখাইয়া (কে স্বেচ্ছায় … ছে জানি না) লইয়াছে যে "এত টাকা … লইয়া এত বৎসর মেয়াদে এত বিঘা … সাট্টা লিখিয়া দিলাম, ইহার মধ্যে যদি … আবাদ না করি তবে সাকাবাদের মূল্য … বিঘা জমিতে ১০ টাকা (কোন ২ স্থানে … রেও আছে) করিয়া ক্ষতি স্বরূপ দিব … নীলকর সাহেবও সেই রূপ নালিশের … দাখিল করিয়া মোকদ্দমা উপস্থিত করিয়াছেন, কিন্তু একদিনে প্রমাণ দিতে পারেন না। তাহাতে রাইট সাহেব সাহেবের … তে এক ২ দরখাস্ত লইয়া কেবল … ডিক্রী দিতেছেন, বাস্তবিক বাদীর … বলিতে সাকাবাদের মূল্য … ছে। এস্থলে বাদীর নিকট এক এক দরখাস্ত লইয়াই আসামীর বিপরীত … টাকা … দেওয়া সামান্য কৌতুকের ব্যাপার নহে, … পাঠকগণেই এবিষয় বিবেচনা করিবেন।

পরিশেষে একটী বাক্যালাপ না লিখিয়া … নীকে কোন প্রকারেই পরিত্যাগ করিতে পারিতেছি না। নীলকরেরা যে প্রজার নামে … করিয়াছেন, সেই প্রজা সাট্টা লিখিত হইবার ৮। ১০ বৎসর পূর্ব্বে মরিয়াছে, (কাহারো … কথা এরূপও হইয়াছে) অথচ জজ … নীলকর পক্ষে সেই মোকদ্দমা উঠাইয়া … বার সম্পত্তি দিয়াছেন। সম্পাদক … দলীল লিখিত হইবার ৮। ১০ বৎসর পূর্ব্বে যে ব্যক্তির মৃত্যু হইয়াছে তাহার … কোন দলীল দাখিল হইলে তাহাকে … লীল বলা যায় কি না? এবং এই … লীল আদালতে দাখিল করিলে … রাধ হয় কি না? এবং কোন বাঙ্গালি … রূপ জাল দলীল আদালতে দাখিল … তবে তিনি শ্রীঘর দর্শন না করিয়া … পাইতেন কি না? আপনিই বলুন। … পনি বলিবেন যে নীলকর সাহেব, … তার আবার অপরাধ কি? … নাই, … নির্দোষ হইলেন, তখন এক … জাল দলীল করিলে আর কত বড় … হইবে? অতএব যে প্রকার ব্যাপার উপ… য়াছে, তাহাতে আর কোন প্রকারে …

যে আমাদিগের মহামান্য গবর্ণমেণ্ট অচিরে এই পাপগ্রহকে স্থানান্তরিত করিয়া এতদ্দেশের নিরীহ প্রজাগণকে রক্ষা করুন।

পাবনা।

এক জন প্রাচীন।

১৮৬৩। ২২এ ফেব্রুয়ারি—

পুনশ্চ

পদ গ্রহণে প্রবৃত্ত হইয়াছেন। কিন্তু আমরা জনরবে শুনিতে পাই আমলাদিগকে এক ঘরে বাঁধিয়া বসে বসে ব্যাঘ্র মারা নাকি সরকারী কর্ম্ম হইয়াছে?

এখানকার মুন্সেফ বাবু যদুনাথ মল্লিক গত কল্য এখানে পহুঁছিয়াছেন, যদু বাবু পূর্ব্বে বর্দ্ধমানের মুন্সেফ ছিলেন, তাঁহার গুণগ্রাম আমরা পূর্ব্বেই জ্ঞাত আছি, এক্ষণে পাবনার বাতাস গায়ে না লাগিলেই রক্ষা!

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয়েষু।

আদালতের উকীল এবং বি এল ও এম এ।

প্রিয়সম্পাদক মহাশয়! বি এল ও এম এদিগের পদ সংক্রান্ত বিবাদ সূত্রে সম্প্রতি যে আন্দোলন উপস্থিত হইয়াছে, ১৯এ ফাল্গুনের সোমপ্রকাশে তৎসংক্রান্ত আপনি যে অভিপ্রায় ব্যক্ত করিয়াছেন, তাহা বিশেষ মনোযোগপূর্ব্বক পাঠ করিলাম বটে কিন্তু সোমপ্রকাশ প্রকাশিত অন্যান্য বিষয়ে আপনার অভিপ্রায় দেখিয়া যে রূপ সন্তোষলাভ হয় ইহাতে তদ্রূপ সন্তুষ্ট হইলাম না। বি এল ও এম এদিগের বিষয়ে আমার বক্তব্য তাহা পরে লিখিব। বঙ্গদেশের আদালতের উকীলদিগের সাধারণ আচার ব্যবহার যতদূর আমার জানা আছে, এখন সেই লিখিতে প্রবৃত্ত হইলাম।

মহাশয়! আদালতের উকীলদিগের যে সকল সদ্গুণের আবশ্যক, তন্মধ্যে ধর্ম্মজ্ঞান এবং বিশ্বাস এই দুইটিই প্রধান। লোকে সম্পত্তি আত্মীয়বর্গের প্রতি যে বিশ্বাস অর্পণ করিতে সহসা সাহস করে না উকীলদিগের প্রতি মোকদ্দমা সংক্রান্ত সমস্ত কার্য্যভার অর্পণ করে এবং তাঁহারা যে পরামর্শ দেন তদনুসারে কার্য্য করিয়া তদনুবর্ত্তী হয়। অতএব উকীলদিগের কর্ত্তব্য তাঁহারা মক্কেলদিগের অবস্থা তৎসংক্রান্ত কাগজ পত্র মনোযোগ সহকারে অবগত হইয়া এবং সত্যাসত্যের প্রতি দৃষ্টি করিয়া যদি আইন ও নজিরানুসারে সেই মোকদ্দমা উপস্থিত করিলে অথবা তাহার উত্তর দিলে মক্কেলের লাভ হইবার সম্ভা-

... দেশ উকীলেরাই এইরূপ ব্যবহার করিয়া থাকেন, আবার হাইকোর্টের উকীল মহাশয়দিগের অনেকে প্রথমে মকদ্দমার অবস্থা অবগত হন না, এবং আপনাদিগের প্রাপ্য সমুদায় টাকা হস্তগত না হইলে ওকালতনামায় স্বাক্ষর করেন না। শুনিয়া আপনাদিগের যুক্তি বিবেচনানুসারে অনুজ্ঞাত লিখিয়া দাখিল করিয়া দেন। পূর্ব্বে এইরূপ অনুজ্ঞাত লেখার দোষে অনেকের সর্ব্বনাশ হইয়াছে। মহাশয় বিবেচনা করুন যে অর্থ দুই বৎসর কিম্বা সুদেতে এক বৎসর পরে নির্ব্বাহ করিতে হইবেক তাহা তাহার সমুদায় বেতন গ্রহণ করা কেবল প্রতীক্ষায় দুঃখদুর্ভোগ ভোগ সঙ্গে প্রতীক্ষা সময় প্রাপ্ত হইয়া শত শত মক্কেলকে বিষম দায় দিতে হয়। বাবু রমাপ্রসাদ রায় মহাশয় পরলোক গমন করাতে অনেকে ঐ রূপ ক্ষতিগ্রস্ত হইয়াছেন। আমি জানি না শম্ভুনাথ বাবু হাইকোর্টের জজের আসনে আসীন হইবার পূর্ব্বে মক্কেল সকলের সহিত কিরূপ ব্যবহার করিয়াছেন। পূর্ব্বে উকীলদিগের সেকেল আদালতে আবশ্যক কর্ম্মরীতি ছিল, মোকদ্দমা নিষ্পত্তির পরে উকীলেরা যেরূপ পাইতেন যদি পরিশোধ পুনরায় সেই রূপ সমুদায় করেন তবে উকীল ও মক্কেল কাহাকে ক্ষতি সহ্য করিতে হয় না। মহাশয় আর একটী কথা শুনুন, যেমন উত্তর লোকেরা বলে ... মন্দ আছেন না সেই রূপ সদর দেওয়ানী আদালতের উকীল মহাশয়েরা খাস আপীল গ্রহণ করিতে মুখ ফুটিতেন না, অথচ প্রায় এক শত খাস আপীলের মধ্যে একটী মঞ্জুর হইত কি না সন্দেহ। আমার জানা আছে কেবল বাবু শম্ভুনাথ পণ্ডিত মহাশয় এবিষয়ে বিরত থাকিয়া বিশেষ যশস্বী হইয়াছিলেন, এক্ষণে সদর বোর্ডের পিকক যে নূতন নিয়ম অবধারিত করিয়াছেন সম্প্রতি খাস আপীলের সংখ্যা কম, ইহার সম্ভাবনা হইয়াছে, পরন্তু অন্যায় খাস আপীল অন্যায় দাখিল এবং অন্যায় উত্তর দাখিল করিবার বিষয়ে যুক্তিমূলক কোন সদুপায় উদ্ভাবন করা আদালতের সভার ও গবর্ণমেণ্টের অবশ্য কর্ত্তব্য। উকীলেরা মক্কেলদিগের এরূপ অন্যায় মকদ্দমা করিতে প্রবৃত্তি দেওয়াতে কেবল অর্থী প্রত্যর্থীর অপব্যয় ও দুঃখ কষ্ট হয় এমত নহে ইহাতে বিচারকর্ত্তা ও জুরিদিগের এবং প্রতারণা ও প্রবঞ্চনা প্রভৃতি মহাপাপের স্রোত

... সম্ভব নহে। দেশের ও ... বা ও আইন নিয়ম। এবং দেশাচার প্রভৃতি যে যে বিষয় অবগত উকীলদিগের সেই সে অবশ্য কর্ত্তব্য। কতক যুক্তি ব্যক্তিরাই যে ক্রিয়া থাকেন, যো সম্মত হইবেন। আর ম বিচার কার্য্য নির্ব্বা কর্ম্ম নির্ব্বাহ করা কা একেবারে অবিচার কা অথবা পুনর্বিচারের প্র পারে কিন্তু যে কো দোষে মক্কেল যে ১ পুনর্বিচারে তাহাতে ... না। মহাশয় দেখুন আদালতের প্রধান উ ও বন্ধু শম্ভুনাথ প্রা দোষ ও গুণের আলী উচিত বিচার? ইহার লোক, বোধ করি হ বেন। ২২৬

মহাশয়! আপনি সকলকে আদালতে প্রতিজ্ঞা সক্ষম ... তে পারিবেন এবং উকীলদিগের ক্ষমতা ... লতের কিঞ্চিৎ আদ ... যাহারা উকীল ... ছেন তাঁহারা আদালত ... হইবেন না। প্রায় ৫। এমএল উপাধি প্রাপ্ত হইয়া সদর দেওয়ানীতে ... করিয়াছেন। উক্ত সং, ও এপর্য্যন্ত প্রতিষ্ঠা। এবং পুরাতন কাগজ হস্তান্তর হইতেছে না। সদর দেওয়ানী ও ... নাথ মিত্র বিশেষ ক্ষম ... এখনও ... এই যে এমন যোগ্য ... পাইবেন না। ... দিগেরও কি অ ... ম সর্ব্বজ্ঞ মহাশয় ...

এক জন এম এ।

[illegible]

...ইবার; আদালতের রীতি পদ্ধতি কিছুই
...কা হয়। ইহাদিগের প্রথম প্রথম বক্তৃ
...কর্ত্ব্যাকর্ত্তব্য অওয়াব লেখা, হুকুম থাকুক
...ক খাঁহারা সরকারের লিখিতে বসিলে অ-
...কর্ষিত হইয়া উঠে। ইহাদিগের অ-
...কোলতের কার্য্য শিক্ষার্থ নিমিত্ত নিয়োগ
...সাহস না, সর্ব্বদাই ঐ অর্থ চেষ্টা করেন।
...বাহাদুর গাংগিদিকের ইহাদিগের প্রতি
...দৃশ্য আছে, ঐ লোকদিগের নিকটে
...গের উপর ... মাসের প্রত্যাশা
...ই ...ক কেবল প্রাপ্ত ...রূপে অনিষ্ট চেষ্টা।
...রাম। বিশেষত ...অনেকের বুদ্ধি সূক্ষ্ম
...হে। আমাদ ...এ জন্য এই সকল
...হারা অমত্ত ...কাশ এবং প্রতিষ্ঠা
...এ সকল হইতে ...হন না।
...এল কি এল এ ...কি কমিটীর মিলো-
...এ ওকালতী ...র নিমিত্ত সকলের
...ই নিয়ম করা ...। আমার বিবেচ
...প নিয়ম করি ...ভাল হয়। উক্ত মি
...ব্যক্তিই প্রথমে ...সকলেই আদালতে
...কালতী করিবে ...এবং যাবৎ আদাল-
...উত্তম রূপে ত ...ত হইতে না পারি-
...এ প্রধান উকী ...লের সহকারী হইয়া
...বন এবং প্রধা ...উকীলেরাও সাধা-
...দিগকে শি ...মিতেন ও সাবধা
...তাঁর প্রতি ...উকীলদিগের যো-
...আচার ব্যব ...বিষয় সকলের অ-
...করিবেন তদ্দৃষ্টে তাই
...াদিগকে হাইকোর্টের
...বেচনা করিবেন তাঁ-
...নিযুক্ত করিতে অন্য-
...কেবলের ক্ষমতাধীন
...গ্যযোগ্য বিচারকের

...উকীলদিগের পরীক্ষা
...ত্বিম থাকাতে প্রথ-
...এদিগকে নিয়োগ
...ইতর বিশেষ করা
...এ বিশেষ করা যা
...কলন ডিপার্টমেন্টে
...হ হবে কি এলদিগের
...ট হইবে না এল এল-
...হাশয়। ভারতবর্ষের
...ত্রবিদ্য যুবকদিগের
...ই। বিএলেরা এল
...ভাব প্রকাশ করিয়া
...দের ন্যায় ভারতব-
...পরিচিত হইবার চেষ্টা

...প্রকাশসম্পাদক
...মহাশয় সমীপেষু।
...তোমার মহাশয়ার বৎ-
...ক ১৫ই পৌষের
...প্রকাশ অর্থাত
...র্গ আমদে হুগলী

বলোকন করিতেছে। কিন্তু অনেক গ্রাহক-
গণের নিয়মিত সময়ে সোমপ্রকাশ পাঠসন্তুষ্ট
মহোদয়ের সহিত সাক্ষাৎ ঘটিয়া উঠে না। পত্র
প্রাপ্তি পক্ষে পূর্ব্বে যেরূপ বিশৃঙ্খলা ঘটিত, এ-
ক্ষণেও সেইরূপ রহিয়াছে। অতএব অনুপ বিশৃ
ঙ্খল হওয়া বিস্ময়ের বিষয় নহে, পোষ্ট আফিস
হইতে প্রেরিত পত্রাদি অন্য স্থানে প্রেরণার্থ যে
কর্ম্মচারীর হস্তে অর্পিত হয়, তিনি প্রাপ্ত সংবাদ
পত্র লইয়া কুটুম্বিতা করিয়া থাকেন অর্থাৎ আপ
নার বন্ধু বান্ধবকে অগ্রে পাঠ করিতে দেন, প
রে সেই উচ্ছিষ্ট পত্র শৈথিল্য ভাবে যথেচ্ছাক্র-
মে গ্রাহক সমীপে প্রেরণ করেন। তাঁহা-
র যেরূপ লোলুপ স্বভাব তাহাতে নিজেও যে
লোকের আগে প্রসাদ পাইতে ত্রুটি করেন এমত
অনুভব হয় না। ইহাতে গ্রাহকগণের নিয়মিত
সময়ে পত্র পাইবার প্রতিবন্ধক না হইবে কেন?
কিন্তু ঘটক হইয়া সম্বন্ধ করিতে গিয়া নিজে বি-
বাহ করা সামান্য বিশ্বাসঘাতকতার কার্য্য নহে,
যাহা হউক এক্ষণে গুণ প্রকাশ হইয়া পড়িয়াছে,
অতঃপর সাবধান হওয়া উচিত।

মহাশয়! সংপ্রতি কএক দিনের মধ্যে উক্ত
থানার সীমান্তর্গত মাজিরপুর, গোবিন্দপুর,
জিতারপুর ও শঙ্করপুর এই চারি গ্রামে ডাকা-
ইতি হইয়া গিয়াছে (অন্য থানার সীমায় অ-
নেকও এক আপত্তি হইয়াছে) এতদ্ভিন্ন চোর
ও বাছ ছেঁচোর মহাশয়েরা আছেন, তাঁহারা
দিনে স্বপনে দেখ চোর না দেখ চোর করিতে-
ছেন, (দুঃখের বিষয় এই যে একতেও কর্ত্তা ম-
হাশয়ের পদ বৃদ্ধি হইতেছে না, শীঘ্র হইবার
আকার বটে) ইহাতে লোক সকল সশঙ্কিত হ
ইয়াছে, ধনী লোকেরা অতিরিক্ত প্রহরী নিযু-
ক্ত করিতেছেন, কখন কি হয় এই আশঙ্কায় সক
লেই সর্ব্বদা উৎকণ্ঠিত এবং স্ব স্ব রক্ষার নি-
মিত্ত ব্যতিব্যস্ত হইয়াছে। এখনি এই, পুত্তুন পু-
লিস বন্দবস্তে থানার সংখ্যা কম হইলে না জা-
নি আরো কি হবে। এখনই বা না হবে কেন---
যাহাদের ঘরে অন্ন জল নাই, তাহাদের কা-
হারো একটা কাহারো বা দুটী তিনটী জলপাত্র
আছে, তাহার উপর আবার লেপাটিও করা আ-
ছে প্রেমরাটীও দেখা আছে, আর ধুতি খানি
ভাল চাদর খানি ভাল জুতা জোড়াটী না হই-
লেও ভাল দেখায় না সুতরাং এদিক ওদিক টান
টোন না দিলে কেমন করিয়া চলে। এদিকে
আবার একবার দারোগা মহাশয়েরা বেশ
শাসিত হইয়াছে ভাবিয়া নিশ্চিন্ত আছেন, থা-
না হইতে প্রায় বাহির হওয়া নাই, কেবল ম-
নোনীত তদারকটী উপস্থিত হইলেই ত্বরিত ক
হয়। রক্ষক নিদ্রায় অভিভূত থাকিলে দস্যু ত-
স্করেরা নির্ভয় না হইবে কেন? তাঁহারা যদি
আলস্য পরিত্যাগ করিয়া রজনীযোগে স্ব স্ব
সীমার মধ্যে কোন স্থানে স্বয়ং কোন স্থানে না-
য়েব দারোগা কোন স্থানে জমাদার বরকন্দাজ
প্রভৃতি নিয়ম মত রোঁদ দস্ত করেন ও থানা-
দের প্রাত্যহিক এক বাটীতে ঘোড়ার মুহুরের
সংস্থান নাই এবং যাহাদের মধ্যে মতেঃমাসিক
স্বর্ণ সংখ্যা দুই তিন টাকার অধিক উপার্জ্জন
...না তাহাদের বাড়ীর আটি আধ টাকা হয়

কি রূপে নির্ব্বাহ হয়; তাহার কারণ অনুসন্ধা-
ন করিয়া যদি তাহার প্রতীকারের চেষ্টা করেন
তাহা হইলে কি চৌর্য্যাদি নিবারণ ও দুষ্টের
দমন হয় না? আর তাহা কি তাঁহাদের কর্ত্তব্য
নয়? প্রজার ধন প্রাণ রক্ষার নিমিত্তই গবর্ণমে-
ন্ট রাজকোষ হইতে মাসে মাসে তাঁহাদের বেত-
ন যোগাইতেছেন, শুদ্ধ তাঁহাদিগের অর্থসঞ্চয়-
ন বৃদ্ধিকে পুষ্ট করিবার নিমিত্ত নয়। এই
পর্য্যালোচনা পূর্ব্বক ন্যায়ানুগত হইয়া গ ...মে-
ন্টের প্রদত্ত বেতন রূপ ঋণ পরিশোধে তাহা-
দিগের বদ্ধবান হওয়া উচিত, তাহা হইলে তাঁ-
হাদেরও কর্ম্মদক্ষতার পরিচয় প্রাপ্ত হইয়া দয়া
বান গবর্ণমেন্ট উচ্চ পদ দানে সন্তুষ্ট হই
বেন।

কস্যচিৎ

১৯ এ ফাল্গুন।	ভাঙ্কাকিলা কমলা
১২৬৯ অব্দ।	পোং কোঁড়া।

প্রাপ্য মূল্য।

নিম্ন লিখিত মহাশয় গ্রাহকগণের প্রদত্ত মূল্য ফাল্গুন মাসে নিঃশেষিত হইয়াছে।

শ্রীযুক্ত কৃষ্ণলাল পাণ্ডে মোক্তার	বহরমপুর
শ্রীযুক্ত বাবু গোবিন্দচন্দ্র বসু	বৃন্দাবন
শ্রীযুক্ত রাজা প্রাণকালী রায় বহরমপুর	মাজন
শ্রীযুক্ত আবদুল রব	হুগলি
চাঁদমোহন মৈত্রেয় লাইব্রেরির সম্পাদক	
শ্রীযুক্ত বাবু বিশ্বেশ্বর সিংহ পানিঘাট	ফরিদপুর
ফরিদপুর বিদ্যালয়ের শিক্ষকগণ	ফরিদপুর
শ্রীযুক্ত তারিণীচরণ মুখোপাধ্যায় মুন্সেফ	
উইলিয়ম মরে সিবিলসর্জ্জন রামপুর বোয়ালিয়া	
মুকুন্দ লাল রায়	বর্দ্ধমান
শ্রীতারিণীচরণ সেন মাজীর	রঙ্গপুর
লক্ষ্মীকান্ত চক্রবর্ত্তী	বাখরগঞ্জ।
শ্রীগোপীমোহন ঘোষ	কান্দী
শ্রীবিহারী লাল রায়	বরিশাল
শ্রীললিত মোহন রায় চৌধুরি	চৌষ।

প্রাপ্তমূল্য।

শ্রীযুক্ত বাবু কৃষ্ণচন্দ্র চৌধুরী	বং
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত	৬
" " কৃষ্ণপুর পাবলিক লাইব্রেরির সেক্রেটারি	
	...
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ মাঘ পর্য্যন্ত	১০
" " নাটোর পুস্তকালয়ের সম্পাদক	নাটোর
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ মাঘ পর্য্যন্ত	
" " কৃষ্ণানন্দ সাহা	পাবনা
১২৬৯ মাঘ হইতে ৭০	

এই পত্র কলিকাতার পূর্ব্ব বাঙ্গালা রেলওয়ের ... গাজীপুর ষ্টেশনের দক্ষিণ চাঙ্গড়িপোতায় শ্রীদ্বারকা... বিদ্যাভূষণের বাটীতে প্রতি সোমবার প্রকাশিত হয়

১৬৮

সোমপ্রকাশ

" সৰ্ব্বসা সৰ্ব্বানিষ্টিনাম পার্থিবঃ বহন্তী সুনিলহযো ন শোষনা। "

৫ ভাগ। ১৯ সংখ্যা। { সন ১২৬৯। ১১ ই চৈত্র। ইং ১৮৬৩। ২৩ মার্চ্চ { বার্ষিক মূল্য ৬ টাকা। অগ্রিম [illegible]

বিজ্ঞাপন।

ফরিদপুর জিলার অন্তঃপাতী বাইকেমারি হয়বতপুর নামে যে পত্তনি তালুক আছে, [তা]হা দরপত্তনি দেওয়া অথবা বিক্রয় করা [হই]বে। যাঁহার সেই তালুক দরপত্তনি লই[তে] অথবা ক্রয় করিবার ইচ্ছা আছে, তিনি [ক]লিকাতায় ক্যাডম ফিলর কোম্পানির নিক[ট] আবেদন করিলে সবিশেষ বৃত্তান্ত জানিতে [পা]রিবেন।

বিজ্ঞাপন।

রামবাবু, কৰ্ত্তাকুর, রাম বসু, গোঁর বিরাজ, নিত্যানন্দ বৈরাগী কৃষ্ণমোহন [ই]ত্যাদি প্রাচীন কবিওয়ালাদিগের [র]চিত উত্তম গানসমূহ সংগৃহীত ও একত্রিত [হ]ইয়া মুদ্রিত হইয়াছে। পুস্তকের মূল্য এক টাকা মাত্র।

কলিকাতা।

[illegible] সিং নং [illegible] বাটী।

শ্রীযদুগোপাল চট্টোপাধ্যায় এবং কোং

সোমপ্রকাশ।

৯ ই চৈত্র সোমবার।

কলিকাতা সংস্কৃত কালেজে দুবেদ [ব্যাক]ৎকৃতির গ্রহণানুমতি হইয়াছে।

চিরস্থায়ী বন্দোবস্ত।

আমরা অনেক বার সোমপ্রকাশে চির[স্থা]য়ী বন্দোবস্তের প্রসঙ্গ করিয়াছি। এক্ষণে [এ]ই বিষয় লইয়া অনেক স্থলে আন্দোলন [হ]ইতেছে। ভারতবর্ষের যে যে প্রদেশে এ [ব]ন্দোবস্ত নাই, সর চারলস উড তত্তৎ স্থলেও ইহা প্রবর্ত্তিত করিবার অনুমতি দিয়াছেন। ইহা যে এদেশের আভ্যন্তরীণ উন্নতির একটী প্রধান কারণ, তদ্বিষয়ে অণুমাত্র সংশয় নাই। ইহা সর্ব্বত্র প্রবর্ত্তিত হইলে গবর্ণমেণ্টও লাভবান্ হইবেন। তাঁহাদিগকে মধ্যে মধ্যে কর প্রণালী পরিবর্ত্তিত করিয়া আপনাদিগের সহিত প্রজাগণকে উদ্বেজিত করিতে হইবে না। কিন্তু বঙ্গদেশে যে প্রণালীতে স্থায়ী বন্দোবস্ত করা হইয়াছে, আমরা ইহার সম্পূর্ণ অনুমোদনকারী নহি। এতদ্দ্বারা আশানুরূপ ফল লাভ হইতেছে না। জমীদারেরা গবর্ণমেণ্টের ও আপনাদিগের প্রাপ্য সংগ্রহে যেরূপ যত্নবান, ভূমির উর্ব্বরতা গুণ বর্দ্ধনে সেরূপ নহেন। প্রজাদিগের সহিত চিরস্থায়ী বন্দোবস্তই বিধেয়। তাহাদিগের হস্তে ভূস্বামিত্ব প্রদান উচিত। যুক্তিও তাহাদিগের সপক্ষতা করিতেছে। তাহাদিগের সহিত বন্দোবস্ত হইলে তাহারা প্রাণপণে আপন আপন ভূখণ্ডকে উর্ব্বর করিয়া তুলিবে সন্দেহ নাই।

বঙ্গদেশের বর্ত্তমান চিরস্থায়ী বন্দোবস্ত প্রণালী যে কারণে শ্রেয়ঃ ও প্রেয়োবোধে লার্ড কর্ণওয়ালিস ও তদানীন্তন ডিরেক্টর সভার একান্ত অনুমোদিত হয়, তাহা উল্লিখিত হইতেছে। তাঁহারা তৎকালে এদেশের নবাগত, সুতরাং এদেশের সমুদায় বিষয় সম্যক্ রূপে অবগত ছিলেন না। তাঁহারা দেখিলেন ভারতবর্ষে মোগল সম্রাটদিগের সময়ে যে কদর্য্য প্রণালীতে রাজা নির্দ্ধারিত [illegible] হইত, তাহার পরিবর্ত্তন [illegible] করা নিতান্ত আবশ্যক [illegible] ন্যায় তৎকালে [illegible] রাজস্ব সংগ্রহের ভার [illegible] কিন্তু ভূমির উপ[র] তাঁ[হা]দের নির্দ্দিষ্ট স্বত্ব ছিল [illegible] ভূমির উৎপন্ন [illegible] কোন স্থলে অর্দ্ধাংশ রাজস্ব [illegible] ছিল। ভূমির কাহারূপ [illegible] রাজ্যের আয় [illegible] আয় নির্দ্দিষ্ট [illegible] শাসন কার্য্য [illegible] নহে। সুতরাং [illegible] তাহার নির্ণয় [illegible] ইংরাজ [illegible] গের প্রধান সভা হইয়া [illegible] হার এই বৃহৎ [illegible] মীদার ও কৃষক [illegible] মূল অনুসন্ধান [illegible] রাগত সমস্ত [illegible] বোধ করিলেন তাঁহারা [illegible] বহমান ভূস্বামি ও রাজস্ব সকল দেখিয়া [illegible] লেন ভারতবর্ষে ঐ রূপ [illegible] চিরন্তন সংস্কারে প্রাদুর্ভা[ব] [illegible] মনে হওয়াও নৈসর্গিক [illegible] হউক, তাঁহারা ইহতঃ [illegible] পরিশেষে দেখিলে মো[illegible] রাজস্ব সংগ্রাহক [illegible] গের ভূস্বামীদিগের স্বার্থ [illegible]

...কুতে ইংল...হ ভূস্বামিদিগের অনেক
...দৃশও দৃষ্ট হ...ল। তাঁহারা নির্দ্দিষ্ট এক
...ট প্রদেশে...রাজস্ব সংগ্রহ করিতেন।
...গা তাঁ...দিগের অধীনে ছিল। ইং-
...গী, ভূস্বামিদিগের ন্যায় তাঁহাদিগের
...ভূমরেরও অভাব ছিল না. বিশে-
... তাঁহারা লোকান্তর গমন করিলে পর
...দিগের পুত্রেরা তাঁহাদিগের উত্তরা-
...রী হইতেন।

এইরূপ ভ্রমপরবশ হইয়া ইংরাজ
...।জমিদারদিগকেই সমুদায়
...র প্রকৃত অধিকারী জ্ঞান করিলেন।
...তৎকালে এরূপ বিবেচনা করা হইল
...রাজস্ব সংগ্রহ করিতেছেন
...রাজস্ব তাঁহাদিগের প্রাপ্য
...কৃষকেরা তাঁহাদিগের অধীনে
..., কিন্তু তারা তাঁহাদিগের
...অপর, কৃষকগণ যে স্বহস্তে
...ভূমি পরিষ্কার করিয়াছে,
...করিয়া ...ধিক উর্ব্বরা করি
...এবং পুরু পরম্পরা ভোগ
...সেকেছে, সেকল কর্ত্তব্য করা

অবশ্য স্বীকার করিতে হইবে,
...য় বর্ত্তমান চিরস্থায়ী বন্দোব
...ইংরেজ গবর্ণমেণ্টের অবিমৃষ্য
...রিচয় প্রদান করিতেছে, কে
...ই গবর্ণমেণ্টের উদার্য্য গুণেরও
...রিচয় স্থল হইয়াছে। চিরন্তন
...ভূমিতে তাঁহার আধিপত্য
...অর্পিত হইয়াছে, সংসু পর
...আমাদিগের দেশের উন্নতির
...করিতে। তাঁহারা ভাবি
...কলিকাতার প্রায় প্রভূত ধনশালী,
...হাদিগের হস্তগত থাকিলে
...রিষ্কার করিয়া ভূমি
...গবর্ণমেণ্ট আরো
...বন্দোবস্তের দ্বারা
...ইংলণ্ডীয় লর্ড

করিয়া তুলিলেন। কিন্তু তাঁহারা যে আ...র্লণ্ডস্থ লর্ডদিগের স্থানীয় হইলেন, গবর্ণমেণ্ট তাহা বুঝিতে পারিলেন না।

এই বন্দোবস্ত যে কতদূর কলোপধায়ী হইয়াছে, তাহা অনেকেই প্রত্যক্ষ ও তাহার ফলভোগ করিতেছেন। সুপ্রসিদ্ধ ইতিহাস লেখক মিল বলেন, যদি এই বন্দোবস্ত অভিলষিত ফল প্রসব করিত, তাহা হইলে এত দিনে এদেশবাসিরা মোগল সম্রাটদিগের অত্যাচার সকল বিস্মৃত হইতেন সন্দেহ নাই।

আমরা যে প্রণালী অবলম্বন করিতে অনুরোধ করিতেছি, তাহার ফলোপধায়িতা অনেক প্রধান লোকের হৃদয়ঙ্গম হইয়াছে। তাহা আকাশ কুসুমের ন্যায় কল্পিত পদার্থ নহে। তাহা আমেরিকার ও ইউরোপ খণ্ডের বহুতর প্রদেশে প্রবর্ত্তিত দৃষ্ট হইতেছে। ইংলণ্ডে এই প্রণালী বিরলপ্রচার বটে, কিন্তু উহার যে যে ক্ষুদ্র প্রদেশে ইহা লব্ধপ্রবেশ হইয়াছে, সেই সেই স্থানের কৃষিকার্য্যের উন্নতি দেখিয়া কোন্ সহৃদয় ব্যক্তি ইহার উপযোগিতার বিষয় মুক্ত কণ্ঠে স্বীকার না করিবেন। সুপ্রসিদ্ধ কবি ওয়ার্ডস ওয়ার্থ যে কৃষকদিগের বর্ণনা করিয়াছেন, কম্বরলণ্ড এবং ওয়েষ্টমোরলণ্ড ভিন্ন ইংলণ্ডস্থ অন্য কোন প্রদেশবাসী কৃষকদিগের প্রতি তাহা খাটিতে পারে না। কোন্ ব্যক্তি ঐ দুই প্রদেশের উন্নত বিষয় অস্বীকার করিতে পারেন? ঐ উন্নতির কারণ জিজ্ঞাসা করিলে কে না বলিবেন যে কৃষকদিগের ভূস্বামিত্বই উহার মূল।

"সমস্ত ইউরোপ খণ্ডের মধ্যে সুইজরলণ্ডের ন্যায় প্রস্তরময় অনুর্ব্বর ভূমি অন্যত্র কুত্রাপি নাই। কিন্তু তথায় কৃষকদিগের ভূস্বামিত্ব থাকাতে উহা অধিকতর উর্ব্বর হইয়া উঠিয়াছে। ইঙ্গলিস নামে এক ব্যক্তি বলেন, জুরিচের নিকটবর্ত্তি স্থানে ভ্রমণ করিতে করিতে যদি চতুর্দ্দিকে দৃষ্টি

ক্ষেপ করা যায়, তত্রত্য কৃষকদিগের অ...মান্য পরিশ্রম দেখিয়া একান্ত বিস্ময়াপ...হইতে হয়। আমি রাত্রি ৪। ৫ টার সম...গৃহের বাতায়ন উদ্ঘাটন করিয়া দেখি...য়াছি যে কৃষকেরা আপন আপন ক্ষেত্রে...আসিয়া উপস্থিত হইয়াছে এবং অপরাহ্নে...ভ্রমণের পর ৮। টার সময় প্রত্যাগত...হইয়া দেখিয়াছি, তাহারা তৃণচ্ছেদ বা...কালতা বন্ধন করিতেছে, ঐ প্রদেশে...কুত্রাপি এমন একটী ক্ষেত্র, উদ্যান বৃক্ষ...উদ্ভিজ নাই, যাহাতে কৃষি পারিপাট্য...অসীম পরিশ্রম চিহ্ন দৃষ্টিগোচর হয় না...অপর, পূর্ব্বে ঐ প্রদেশের সমুদায় অংশে...যত শস্য উৎপন্ন হইত, কৃষকাধিকার প্র...র্ত্তিত হইলে পর তাহার চতুর্গুণ অংশে...শস্য উৎপন্ন ও তত মেষ গবাদি সম্বর্দ্ধ...হইতে আরম্ভ হয়। গোল্ড স্মিথ ঐ প্রদে...শের কৃষকদিগের এইরূপ বর্ণন করিয়াছেন...

"যদিও কুটীরে বাস সামান্য আহার
তাহাতেও অসন্তোষ নাহিক তাহার ;
ছোট বড় নাহি দেশে সমান সকলে।
এই হেতু নাহি জানে দ্বেষ কারে বলে।
নাহিক নিকটে তার কর্ম্ম উচ্চতর।
অপর কুটীরে থাকে হয় অনাদর।"

ইউরোপের অন্যান্য প্রদেশ অপেক্ষা...নরওয়েতে কৃষকাধিকার প্রথা সর্ব্বত্র...প্রবর্ত্তিত হয়। লেঙ বলেন, তথাকার কৃ...ষকেরা যেরূপ ঐকমত্য অবলম্বন করি...যেরূপ পরিশ্রম সহকারে ভূমিতে জল...সেচন করে, সেরূপ অন্যত্র কুত্রাপি দৃষ্ট...হয় না। তিনি বলেন, ভূসম্পত্তি যদি...উত্তম ও স্পৃহণীয় হয়, তাহা হইলে উহা...আজ কুত্রাপিও উত্তম ও স্পৃহণীয় সত্...হ নাই, আর যে সমাজে ঐ সম্পত্তি...ক্ষুদ্রাংশে বিভক্ত হইয়াছে, তাহাই উ...ত্কৃষ্ট ও সমৃদ্ধিসম্পন্ন দৃষ্ট হয়।

জরমেণির অনেক সংখ্য প্রদেশে...কাধিকার প্রণালী আছে। সেই সকল...দেশের মধ্যে পালাটিনেট সবিশেষ সম...

...নী। [illegible] ইংলণ্ডের অনুবাদিত রিপোর্ট ভিন্ন অন্য কিছুই অনুকূল ...য়নে দর্শন করেন না, তিনিও ঐ প্রদেশের কৃষি প্রণালীর প্রশংসা করিতে ত্রুটি করেন নাই। তিনি বলেন ঐ প্রদেশের ...ষকেরা অন্যান্য প্রদেশের কৃষকদিগের ...ায় ভূসম্পত্তি বিহীন নহে, তাহারা যে ভূমি কর্ষণ করে, তাহা তাহাদিগের সম্প...ত্তি; এই নিমিত্তই তাহারা সমধিক সৌভা...গ্য সম্পন্ন দৃষ্ট হয়।

...কৃষকাধিকার প্রণালীর উপযোগিতা বেল্...জিয়ম প্রদেশে যেরূপ দেখা যায়, এরূপ অন্য প্রদেশে অল্প দৃষ্ট হয়। ইউ...রোপ খণ্ডের সমুদায় দেশ অপেক্ষা এই দেশের ভূমি অনুর্বর, কিন্তু এ দেশীয় কৃষ...কগণ উর্বর ভূমি চাহে না। যত কদর্য্য ভূমি হউক না কেন, এক শ্রম সাহায্যে তাহারা তাহাকে শস্যশালিনী করিয়া তু...লে। কাল সহকারে তাহাদিগের নিকট ভূমির অপকর্ষ বিলুপ্ত হইয়া যায়। তত্রত্য ...কেরা অতিশয় মিতব্যয়ী, তাহারা ক্রমে ক্রমে অর্থ সঞ্চয় করিয়া সুযোগ পাইলেই ভূমি ক্রয় করে। ভূমি বিক্রয়ের নাম শু...নিবামাত্র তাহারা অতিমাত্র ব্যগ্র হইয়া ...উঠে। এইরূপে প্রতিযোগিতা দ্বারা ঐ প্র...দেশের ভূমির মূল্য এত বৃদ্ধি হইয়াছে ...যে ক্রেতারা শতকরা দুই টাকা মাত্র লাভ ...পায়। ইংলিস সাগরস্থ দ্বীপ সমূহেও ঐ...রূপ কৃষি পদ্ধতি প্রচলিত আছে। ঐ স...কল দ্বীপ সম্বন্ধে উইলিয়ম থরনটন বলিয়া...ছেন, ক্ষুদ্র গারেন্সি দ্বীপে যত শস্য বিক্রী হয়, তত সমুদয় ইংলণ্ডে হয় না। ...ল বলেন, যে এই ক্ষুদ্র দ্বীপবাসিরা ...রূপ সুখী, এরূপ সুখী লোক আমি ...মাত্র প্রায় দেখি নাই। সর জর্জ হেড ...লিখিয়াছেন, পথিকেরা যে দিকে নেত্রপাত ...করেন, কৃষকদিগের সুখ সচ্ছন্দতা সর্ব্বত্রই ...লক্ষিত হইয়েছে।"

...উপরে যেরূপ প্রদর্শিত হইল তদ্দ্বারা প্রতীয়মান হইতেছে, কৃষকেরা ভূস্বামিত্ব লাভ করিলে কেবল যে ভূমির উর্ব্বরতা সম্পাদনে যত্নবান হয় এরূপ নহে তাহারা ভূমির স্বামিত্ব লাভে একান্ত ব্যগ্র। আমাদিগের দেশের কৃষকেরা এত যে অলস বলিয়া প্রসিদ্ধ, ইহাদিগেরও যে ভূমিতে নিজ স্বত্ব আছে তৎকর্ষণাদি কার্য্যে ইহাদিগের তাদৃশ আলস্য দৃষ্টিগোচর হয় না। এতদ্ভিন্ন, ইহারা ভূমির স্বামিত্ব লাভ বিষয়ে এরূপ ব্যগ্র যে ভূমি ক্রয়ের সুযোগ উপস্থিত হইলে ইহারা আপনাদিগের আবশ্যক নিত্য ব্যয় বন্ধ করিয়াও তাহা ক্রয় করে।" অতএব ইহাদিগের সহিত যে একটি চিরস্থায়ী বন্দোবস্ত হয় তাহা একান্ত প্রার্থনীয় সন্দেহ নাই। তাহা করিলে এ দেশের সবিশেষ মঙ্গল হইবার সম্পূর্ণ সম্ভাবনা আছে। তবে যদি বাঙ্গালা দেশের ন্যায় মধ্যস্থলে জমীদার বলিয়া এক শ্রেণী রাখা হয়, তাহাতে আমাদিগের তাদৃশ আপত্তি নাই। কারণ গবর্ণমেণ্টের নিত্য নূতন কর সংগ্রাহক নিয়োজিত করা অপেক্ষা চিরকালের মত একবিধ কর সংগ্রাহক থাকিলে প্রজার প্রতি তাহাদিগের কথঞ্চিৎ স্নেহ জন্মিবার সম্ভাবনা থাকে।

১৮৭১।৭২ অব্দের শিক্ষা সংক্রান্ত রিপোর্ট।

১৮৭১।৭২ অব্দের শিক্ষা সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হইয়াছে। ইহা পাঠ করিয়া আমরা বাঞ্ছানুরূপ না হউক অপেক্ষাকৃত অধিকতর সন্তোষ লাভ করিলাম। প্রতি বৎসর আমাদিগের দেশের বিদ্যালয় ও ছাত্রের সংখ্যা বৃদ্ধি হইতেছে।

১৮৭১।৭২ অব্দে বঙ্গদেশে বিদ্যা শিক্ষার জন্য সমুদায়ে ১১০১৪৩৬ টাকা ব্যয় হয়। বালকদিগের বেতন ও দান প্রভৃতি হইতে লব্ধ ২,২০,৬৮৮ টাকা তাহার অন্তর্নিবেশিত আছে, তাহা বাদ দিলে ৮,৮০,৭৭৪ টাকা মাত্র সাধারণ রা...জস্ব হইতে ব্যয় করা হইয়াছে। ... দিয়ে এই ব্যয়ের তালিকা ... ছে।

বেতন

পুরস্কার প্রভৃতি

সংস্কার প্রভৃতি

কাগজ প্রভৃতি বাজে খরচ

আনুকূল্য

মোট টাকা

পূর্ব্ব বৎসরে ৮২৬টি ... ৫০,৭১৪ জন ছাত্র সংখ্যা ছিল। ... বৎসর ৯৬৫ টি বিদ্যালয় ও ৫৭... ছাত্র হইয়াছে। ইহার মধ্যে ... ...দের প্রতিষ্ঠিত বিদ্যালয়ের বিষয় ... নাই। ডিরেক্টর আটকিন্সন ঐ সকল বিদ্যালয়ের অধ্যক্ষ... পাঠাইতে ইচ্ছুক নহেন।

সমুদায় বঙ্গদেশে ... কের বসতি, আটকিন্সন সাহে... ইহার মধ্যে অনুমান ৪০ লক্ষ শি... বালক থাকা উচিত। কিন্তু এ... শিক্ষা প্রাপ্ত হইতেছে না। কি... এই শোচনীয় দশা দর্শন করা যায়... কাহার স্কন্ধে এই দোষ নিক্ষিপ্ত... এতন্নিবারণের উপায় কি? বঙ্গ... ১৫ কোটি টাকা আদায় হয়, ত... তে ৮,৮০,৭৭৪ টাকা মাত্র শিক্ষার... জন্য দেওয়া হইতেছে! অন্য অ... কাতিবের নিবন্ধন অনেক ... বটে কিন্তু সমুদায় ভারতবর্ষ এক হইয়া শিক্ষা কার্য্যে অধিকতর ... জন্য চিৎকার করিতেছেন। এ... টাকা সমুদায় ভারতবর্ষের জন্য কিছু উপকার হয়। কিন্তু এ ... ৭১ লক্ষ মাত্র দেওয়া হইতেছে। ... প্রতি পল্লীগ্রামে এক এক বিদ্যা... হইতেছে, যত দিন কৃষক ও মজু... সন্তানেরা বিদ্যা শিক্ষা না করিতেছে... দিন দেশের সম্পূর্ণ মঙ্গল সম্ভাবনা...

তাঁহাই জন্যই আমরা সর্ব্বদা গবর্ণমে
কিন্তু অল্প পরিমাণে সর্ব্বত্র আনুকূল্য
এবং বিষয়ে উত্তেজনা করিয়া থাকি।
বটের তরুণ তরুরাজির ন্যায় সাহায্য
নকে বিদ্যালয় ও মধ্যে মধ্যে গবর্ণমেণ্টে
টিং একটি উচ্চশিখর বিদ্যালয় থাকা
প স্থ আবশ্যক। গবর্ণমেণ্টের বিদ্যা
রাে সাক্ষাৎ সম্বন্ধে হস্তক্ষেপ পরিত্যাগ
বাস্থিরিও উপস্থিত হয় নাই। তাহা
। উপস্থিত হয়, এই আমাদিগের প্রার্থ
ন কিন্তু বাহুল্য পরিমাণে সাহায্য দান
শ্রী অবলম্বন না করিলে সে অভীষ্ট
হইবার সম্ভাবনা নাই।

প মধ্যে বারাসত ব্যতিরিক্ত
.র গবর্ণমেণ্ট বিদ্যালয়ের উন্ন
হইল। সমুদায় বঙ্গদেশের
পরগণা ও বারাসতেই অত্যুৎ
হয়। এই বিভাগে আনুকূল্য
ও ছাত্রের সংখ্যা অধিক, কিন্তু
ইবার পর অবধি বারাসতের
ঘটিয়াছে। অন্য অন্য জেলারও
ংক্রান্ত উন্নতি দৃষ্টি গোচর হইল।
৭ প্রায় বহুসংখ্য বিদ্যালয়ের
প্রবেশিকা পরীক্ষায় কৃতকার্য্য
ইহা আমাদিগের অল্প আ
বিষয় আক্ষেপের বিষয় এই যে
উচ্চাঙ্গ শিক্ষার কিছু মাত্র
নাই বলিলে অত্যুক্তি হয় না।
সম্প্রতি কয়েকটি বিদ্যালয় হই
।

নস্পেক্টরেরা যে যে রিপোর্ট করি
, তন্মধ্যে আমরা মার্টিন সাহেবের
ট দেখিয়া অধিকতর সন্তোষ লাভ
ম। বিদ্যা শিক্ষার যে সমস্ত প্রতি
ও তাহা হইতে উত্তীর্ণ হইবার যে
উপায় আছে, তিনি স্পষ্ট করিয়া
উল্লেখ করিয়াছেন। এক বিষয়ে
তাঁহার সহিত আমাদিগের মতের
হইতেছে না। আমরা একদা লিখি

রাছিলাম ডেপুটি ইনস্পেক্টরের সংখ্যা ক
মাইয়া দিয়া সেই টাকা দ্বারা শিক্ষাদানের
উপায় বৃদ্ধি করিলে অধিক উপকার দর্শে।
তিনি তদুত্তরে রিপোর্ট মধ্যে লিখিয়াছেন
"পূর্ব্বাঞ্চলে পরিদর্শনের জন্য অধিকতর
ডেপুটি ইনস্পেক্টর নিয়োগ আবশ্যক,
আমরা যদি স্বচক্ষে উক্ত বিভাগের অবস্থা
দর্শন করিতাম, তাহা হইলে ডেপুটি ইন
স্পেক্টরের সংখ্যা কমাইবার প্রস্তাব না
করি। তাহার বৃদ্ধি করিবারই প্রস্তাব ক
রিতাম।" যে স্থলে ডেপুটি ইনস্পেক্টর
সংখ্যা বৃদ্ধি করা আবশ্যক, তথায় বৃদ্ধি
না করা আমাদিগের অভিমত নহে। আ
মাদিগের সে বাক্যের দুটী তাৎপর্য্য আছে।
এক, ডেপুটি ইনস্পেক্টরদিগের অনেকে
যথোচিত রূপে কাজ করেন না। দ্বিতীয়,
সকল স্থলে উপযুক্ত শিক্ষক নিয়োজিত
না থাকাতে তত্ত্বাবধান ক্রিয়া সম্যক ফলো
পধায়িনী হইতেছে না। কিন্তু যদি ভাল শি
ক্ষক ও কার্য্যদক্ষ অনলস ইনস্পেক্টর ও
ডেপুটি ইনস্পেক্টর রাখা হয়, তাহা হইলে
কি অল্পসংখ্য লোকের তত্ত্বাবধান অ
ধিক পরিমাণে ফলোৎপাদক হয় না? যে
শিক্ষকে পদার্থ নাই, কেবল এক তত্ত্বাব
ধান দ্বারা কি তাহা হইতে অধিকতর ফল
লাভ প্রত্যাশা করা যাইতে পারে? পক্ষা
ন্তরে যে শিক্ষকে পদার্থ আছে, তাহার
সহিত অল্প তত্ত্বাবধান যোগ হইলেই
তাহা শুষ্ক শমীবৃক্ষে অণুমাত্র অগ্নি সং
যোগের ন্যায় অধিকতর কার্য্যকারী হয়।
পরিশেষে আমরা স্পষ্ট করিয়া কহিতে
ছি, আমাদিগের বাক্যের স্থূল তাৎপর্য্য
এই, অলস ও অপদার্থ ইনস্পেক্টরের
সংখ্যা কমাইয়া যদি সেই টাকা কর্মক্ষম
ও উপযুক্ত শিক্ষক নিয়োগ বিষয়ে ব্যয়িত
হয়, সমধিক উপকার দর্শে সন্দেহ নাই।
ভাল শিক্ষক রাখিতে হইলে অধিক ব্যয়
আবশ্যক হয়। পর্য্যাপ্ত পুরস্কার লাভ না
হইলে ভাল লোকে [illegible] কেন তাহাতে
প্রবৃত্ত হইবে কেন?

মার্টিন সাহেবের ন্যায় উড্রো সাহেবে
রিপোর্টও আমাদিগের সন্তোষকর হইয়
ছে। আমরা বেহার ও আসামের ইনস্পেক্ট
রের রিপোর্ট দেখিয়া সন্তুষ্ট হইলাম না
কিন্তু আমরা তাঁহাদিগের সম্পূর্ণ দোষ দিতে
ছি না। তত্রত্য সমাজ অদ্যাপিও উৎকৃষ্টাবস্থ
হয় নাই, তত্রত্য লোকেরা কুসংস্কার আল
আচ্ছন্ন হইয়া আছে। সুতরাং তত্রত্য ইনস্প
েক্টরদিগের মার্টিন ও উড্রো সাহেবে
ন্যায় কৃতকার্য্য হওয়া সহজ নহে।

রিপোর্টের বিষয়ে আমা[illegible]
একটী বক্তব্য আছে, তরিবাে[illegible]
তীন ব্যক্তি বিশেষ প্রতিষ্ঠিত ও [illegible]
শযদিগের পাঠশালায় সবিশেষ বৃত্তা
রিপোর্ট মধ্যে প্রকাশিত হয়। আমর
স্বদেশীয়দিগকে অনুরোধ করিতেছি য
হারা গবর্ণমেণ্টের সাহায্য না লইতেছে
তাঁহারাও যেন ডিরেক্টরের নিকটে আপন
দিগের বিদ্যালয়ের বৃত্তান্ত প্রেরণ করে
এবং ডিরেক্টর ও যত্নবান হইয়া তা
আনাইয়া লন। ইহা তাবতীয় সমাজে
মান সক মানচিত্র। ইহাকে সম্পূর্ণাঙ্গ কর
অতিশয় আবশ্যক।

বসন্ত সমাগমে কলিকাতার
শোভা।

কবিগণ বসন্তকে "অতিরমণীয় ঋ
বলিয়া" বর্ণন করিয়াছেন। কবি বর্ণিত
লিয়াই আমরা "রমণীয়" বিশেষণ দা
ইহার গুণ গৌরব বৃদ্ধি করিতেছি না,
স্তবিক ইহার [illegible]নীয়তা গুণ আছে। শী
কালে জগন্মণ্ডল নীহার জালে আচ্ছন্ন
ইয়া থাকে। কতিপয় উদ্ভিদ ভিন্ন তরু
তাদি সমুদায়ই প্রায় শীত প্রভাবে
তা হীন হয়; জীব জন্তু সকলের স্ফূ
থাকে না; গগন মণ্ডল নিয়ত কাল কুয়া
বৃত দৃষ্ট হয়; সূর্য্য ও চন্দ্রমা শীতক
ক্লীষ্ট হইয়াই যেন জড় ও মলিন
ধারণ করে। কিন্তু বসন্ত সমাগত হই

কাশ হইতে মুক্ত হইয়া
তরু পংক্তি নবোদ্গত রূপ
; তীর্থ জন্তু সকল উৎসাহে পূর্ণ
হইয়া উঠে ; গগনমণ্ডল নির্মল
নক্ষত্রাদি দীপ্তিমান হয়। যে কালে
থাকে জগতের এত সৌন্দর্য্য
উদয় হয়, তাহাকে কে রমণীয় না
বলে ?

এই রমণীয় কালে পল্লীগ্রামের কি মনোহর শোভা হয়! চতুর্দিকে নবীন পল্লব ভূষিত শ্যাম শোভা নয়ন যুগলের অনির্বচনীয় প্রীতি উৎপাদন করে ; নানা জাতীয় কুসুমের গন্ধে নাসা বিবর আমোদিত হয়; কোকিলের কাকলী শব্দে শ্রবণ বিবর যার পর নাই প্রীতিলাভ করে ; সুশীতল দক্ষিণা মৃদু স্পর্শে ত্বগিন্দ্রিয় এককালে মোহিত হয়। আমরা যখন এই সকল সুখ অনুভব করি, জগদীশ্বরের মহিমা স্বতই আমাদিগের হৃদয়ে উদিত হইয়া অনির্বচনীয় দশা উপস্থিত করিয়া দেয়। প্রতি বৃক্ষে, প্রতি লতায় ও প্রতি জীবে সেই অদ্বিতীয়ের রচনা কৌশল, তাঁহার করুণা, ও তাঁহার মহিমার পরিচয় পাইয়া চিত্ত আনন্দসাগরে নিমগ্ন হইয়া নিস্পন্দ হইয়া পড়ে। তৎকালে আমাদিগের বোধ হইতে থাকে আমরা যেন অন্য এক অদ্ভুত জীবলোকে প্রবিষ্ট হইয়াছি ; আমরা যেন নূতনবিধ জীবন প্রাপ্ত হইয়াছি ; আমরা যেন আর এক অধিপতির অধিকারে উপস্থিত হইয়াছি।

কিন্তু কলিকাতা এ সময়ে বিপরীত ধারণ করিয়াছে। যখন অন্য বর্ষা ও শরৎকালের ন্যায় সৌধ ও অট্টালিকাদির শ্বেত, পীত, নীল ও লোহিতবর্ণ রাগ নয়নগোচর হয় না। দক্ষিণ পবন যত প্রবল হইতেছে, ততই প্রশস্ত রাস্তা গলের ইষ্টকরেণু কুঙ্কুমচূর্ণের ন্যায় উড্ডীয়মান হইয়া নগরকে কেবল এক লোহিত বর্ণ করিয়া তুলিতেছে। নিমি একবার ধর্মতলা স্ট্রিটের একটী রাস্তায় অর্দ্ধঘণ্টাকাল ভ্রমণ করেন, তাঁহাকে চিনিয়া লওয়া ভার হয়। গ্রাম বাসিকেরা তাঁহাকে তদবস্থ দেখিলে ভয়ে বিব্রত হইয়া জননীর ক্রোড় আশ্রয় করে সন্দেহ নাই। কলিকাতায় বসন্তকালে নবমুকুলের প্রীতিলাভের ত এইরূপ দশা, অন্য অন্য ইন্দ্রিয়েরও তৃপ্তি হয় না এমন নয়, রাস্তায় বাহির হইলে প্রায়ই বীভৎস ও সঙ্কিত মলরাশির দুর্গন্ধ গন্ধে কেবল নাসা বিবর নয় মস্তককেও ঘূর্ণিত করিয়া তুলে। কলিকাতায় কোকিলে অধিকার পায় না, কাক তাহার পদ গ্রহণ করিয়া নিরন্তর সুমধুর স্বরে গান করিয়া শ্রবণের আনন্দ বিধান করিয়া থাকে! উষ্ণ ও বিষ্ঠাগন্ধ স্পর্শ ও গন্ধাদিকে সমব্যবহারে লইয়া ত্বগিন্দ্রিয়ের যেরূপ সুখ উৎপাদন করে? বসন্তকালে পল্লী গ্রামে গমন করিলে আরাম ও উদ্যানাদি দর্শন করিলে যেরূপ সেই অদ্বিতীয়ের অলৌকিক মহিমার পরিচয় পাওয়া যায়, কলিকাতায়ও সেইরূপ রাস্তা ও নর্দ্দমা প্রভৃতি দর্শন করিলে মিউনিসিপাল কমিসনরদিগের মহিমা অপরিচিত থাকে না। এতদ্ভিন্ন, কমিসনরদিগের মাহাত্ম্যের পরিচয় পাইবার আরো অনেক অসাধারণ প্রমাণ আছে। এই নগরের ভিতরে এরূপ অনেক স্থান আছে তথায় অপথ্য পরিষ্কারকদিগের মাসের মধ্যেও দুই এক বার পদ ধূলি পড়ে না। সেই সেই স্থানের পূতিগন্ধ কঙ্কাল রাশি উন্নত শিরা হইয়া অসাধারণ রূপে কমিসনরদিগের গুণের পরিচয় দিতেছে।

পরিশেষে কমিসনরদিগের আর একটী মাহাত্ম্য বর্ণন না করিয়া এ প্রস্তাবের উপসংহার করা বিধেয় হইতেছে না। একে ত কলিকাতার লোকসংখ্যানুরূপ স্বল্পে স্বাস্থ্যকর বিশুদ্ধ জল পাওয়া ভার; যে বড় একটী দীর্ঘিকা আছে, তাহাও আবদ্ধ প্রায় দুরন্ত নিদাঘ ক্লেশ আরম্ভ করি এই বসন্ত কালেই [illegible] পূর্বে নীরজ কালী [illegible] র জল [illegible] করা হইয়াছে। আমরা [illegible] তাঁহাদের [illegible] এখানে একটী যে [illegible] পরিষ্কার হইয়াছে [illegible] কলেজ নিমিত্ত এরূপ [illegible] তাহা জানি। কোন [illegible] যেরূপ চক্ষুরিন্দ্রিয় আছে [illegible] লোকে সেই [illegible] পান করিতেছে, কমিসনরেরা [illegible] দেওয়া উচিত নির্দিষ্ট করিয়া দেন নিদাঘে যাইয়া লোকেরা কি অবস্থায় পড়িবে সম্ভাবনা আছে। কমিসনরেরা পরিপালনকে আবশ্যক বলিয়া [illegible] রাখিয়াছেন। পরে লোকেরা জল কোথায় পাইবে বলিয়া কি এখন নিশ্চিন্ত আছেন? এরূপ লোকদিগের জীবন কি তাঁহারা অকিঞ্চিৎকর জ্ঞান করেন? যাহা হউক লোকের কষ্ট দূর করিবার নিমিত্ত কমিসনরেরা সত্বর কোন উপায় করুন নিতান্ত আবশ্যক।

উপাধি প্রদানার্থ বিশ্ববিদ্যালয়ে

উপাধি প্রদান উপলক্ষে গত বার টাউনহালে একটী সভা হইয়া লেপ্টেনেন্ট গবর্ণর প্রভৃতি অনেক উচ্চপদস্থ সম্ভ্রান্ত ব্যক্তি এবং এদেশীয় প্রভৃতি অনেকে সভায় হইয়াছিলে সমাজ গৃহ উত্তম রূপে সুসজ্জিত উক্ত বিদ্যালয় সংক্রান্ত ব্যক্তিরা এক পরিচ্ছদ ধারণ করাতে টাউনহালের শোভা হয়। বেলা ৪।। টার সময় বিদ্যালয়ের বাইস্ চান্সেলর (সভাপতি) অনরেবল আর্কিবল্ড সভাপতির আসন গ্রহণ করিলেন

ঃ সভার উৎকণ্ঠা বর্দ্ধন করিয়া এ জাতি
যে পরীক্ষোত্তীর্ণ ছাত্রদিগকে উপাধি
বং প্রশংসা পত্র প্রদান আরম্ভ করিলেন
। এম ডি, এম এ, বি এল, বি এ, উপা
 ধারীরা পর্য্যায় ক্রমে তাঁহার নিকট উ
স্থিত হইতে লাগিলেন। কালেজের অধ
ক্ষরা আপনাপন বিদ্যালয়ের ছাত্রদি
র পরিচয় দিয়া দিলেন। সভাপতি
ত্যেক প্রদান কালে এই বাক্য কে ব
ন এম “ আমি বিশ্ববিদ্যালয়ের আইন_
 পলয়, সেই ক্ষমতানুসারে আমি তো
 ক উপাধি প্রদান করিলাম এবং তোমা
ধ করিতেছি যে তুমি এই উপা
রূপে জীবনের সকল কার্য্য স
ন্ন।” উপাধি প্রদান সমাপ্ত
র অভ্যাগত সকলকে সম্বোধন
লিলেন।

। আমাদিগের কি আনন্দের দিন,
য়া [illegible] আশা হয় নাই, এ বৎসর
ইল। [illegible] প্রথম এম ডি
ম এ, উপাধি প্রদান করিলাম। এ
ীর তিনি ইংলণ্ডে গিয়া প্রথমে এম
ধি লাভ করেন। তিনিও আমাদি
হিত অদ্য উপবেশন করিয়াছেন।
ই আনন্দের সময়েও কয়েক বা
থা স্মরণ হইয়া আমাদিগের দুঃখ
কের উদয় হইতেছে। যে মহাত্মা
দ্যালয়ের সৃষ্টি অবধি গত বৎসর প
চান্সেলরের কার্য্য সম্পন্ন করিয়া
য়াছেন, সেই উদারস্বভাব সার্জ
রও আমাদিগকে পরিত্যাগ করিয়া
ছেন। তিনি ইংলণ্ডে গমন কালে
য়া গিয়াছিলেন নানা দুর্ঘটনা বশতঃ
বিদ্যালয়ের কার্য্যে তাদৃক মনোযো
 হইতে পারেন নাই কিন্তু ইংলণ্ডে
তিনি বিশ্ববিদ্যালয়ের কথা ভুলি
বাবু রমাপ্রসাদ রায় এবং বর্দ্দে
ড শিবও গতবৎসর লোকান্তরগ
ছেন।

ক্ষেত্রনারাইনের অত্যন্ত ক্ষতি গ্রস্ত হইয়াছেন
সন্দেহ নাই।

বিশ্ববিদ্যালয়ের নির্দ্দিষ্ট গৃহ না থাকা
তে সময়ে সময়ে বিশ্ববিদ্যালয়কে নানা
প্রকার অসুবিধা ভোগ করিতে হয়।
বোধ হইতেছে অধিক দিন আর আমা
দিগকে এ নিমিত্ত গবর্ণমেন্টের নিকট রো
দন করিতে হইবে না, শীঘ্রই আমাদিগের
প্রার্থনা পূর্ণ হইবে। কিন্তু কেবল গৃহ হই
লেই হইবে না, মনোহর স্থানে গৃহটী সং
স্থাপিত করিতে হইবে এবং রমণীয় দ্রব্য
 গৃহকে ভূষিত করিতে হইবে। পুস্তকা
লয়ে নানা প্রকার পুস্তক ও হস্ত লিখিত
রচনা প্রভৃতি সংগ্রহ করিতে হইবে। স্থা
নে স্থানে উপাধি ধারিদিগের নাম অঙ্কি
ত করিয়া রাখিতে হইবে। এই সকল হই
লে বিশ্ববিদ্যালয় গৃহ দর্শন করিয়াই লো
কের মন বিদ্যার প্রতি ধাবমান হইবে।

বিশ্ববিদ্যালয়ে যে যে নিয়ম আছে
তাহার অনেক গুলির সংশোধন আবশ্য
ক। বিদ্যালয় সে বিষয়ে উদাসীন রহেন।
প্রথমতঃ যাঁহারা মেডিকাল কিম্বা ইঞ্জিনি
য়ারিং কালেজের প্রধানতম উপাধি লাভে
র বাসনা করেন, বি এ উপাধি না লইয়া
ঐ সকল উপাধি লইতে পারেন না কিন্তু
বি এ উপাধি পাইয়া অতি অল্প লোকেই
মেডিকেল কালেজ প্রভৃতিতে অধ্যয়ন
করেন। যাহাতে বি এ, না পাইয়া তাঁহা
রা ঐ সকল উপাধির অধিকারী হইতে
পারেন, তাদৃশ চেষ্টা করা যাইতেছে।
দ্বিতীয়তঃ, তাহাতে যাঁহারা এম এ, পরী
ক্ষা দিবার অভিলাষ করেন, তাঁহাদিগের
পক্ষে একণে অত্যন্ত কঠিন নিয়ম আছে,
সংস্কৃত ও ইংরাজি উভয় ভাষাতে সম্যক
ব্যুৎপত্তি অর্জ্জন সাধারণ ব্যাপার নয়,
এই জন্য এই নিয়ম করিবার প্রস্তাব হই
তেছে যে দেশীয় ভাষা শিক্ষা স্কুল হই
তেই শেষ করিয়া আসিয়া কালেজে সং
স্কৃত ভাষা প্রভৃতি আলোচনা করা হয়।

আমরা বিশ্ববিদ্যালয়ের যে
দেখিতেছি, তাহাতে আমা
ভরসা জন্মিয়াছে যে অত্যল্প
ইহা প্রধান পদ লাভ করিবে
স পূর্ব্বে যখন রাজা রামমোহন র
বৈদিক মেটকাফ প্রভৃতি বিদ্যা
প্রথম সূত্রপাত করেন, তখনকার
একণকার অবস্থার তুলনা করিলে
কি এক অনির্ব্বচনীয় আনন্দের উদয়
১৮৫৭ অব্দে বিশ্ববিদ্যালয় সংস্থাপন
রিয়াছেন, ইহার মধ্যেই দুই হাজারের
অধিক ছাত্র প্রবেশিকা পরীক্ষায় উত্ত
হইয়াছেন, প্রায় ৮৭ জন বি এ উপাধি প্
রাছেন, ৫৭ জন বি এল হইয়াছেন, ৬ জন
এম এ এবং এক জন এম ডি উপাধি পাই
য়াছেন। ক্রমশই পরীক্ষোত্তীর্ণ ছাত্রের
সংখ্যা বৃদ্ধি পাইতেছে। ইহার মধ্যে
হিন্দুই অধিক এবং বঙ্গদেশ বাসীই অনে
ক। মুসলমানেরা একল উপাধি লাভে
যত্নবান নহেন এবং অন্য অন্য দেশ
বাসী অধিক লোকও ইহার জন্য অগ্রসর
হন নাই। কিন্তু অতএব হিন্দুরা যেন এ
প মনে করেন না যে ইউরোপীয়দিগের
সহিত সমান উপাধি লাভ করিয়াই তাঁহা
রা ইউরোপীয়দিগের সমকক্ষ হইলেন
ইউরোপে কত কাল হইল বিশ্ববিদ্যা
লয়ের সৃষ্টি হইয়াছে, কত কাল হইল ই
উরোপীয়েরা বিশ্ববিদ্যালয়ের ফল ভো
করিতেছেন, এদেশের লোকের তাঁহা
দিগের সমকক্ষ হইবার অনেক বি
আছে। অতএব একণে এদেশের লে
র তাহাদিগের তুল্য ক্ষমতা লাভ করি
বাসনা যুক্তি ও ন্যায়ানুমোদিত বলি
প্রতীয়মান হইতেছে না।

প্রথমাবধিই জমিদারদিগের বি
শিক্ষার জন্য গবর্ণমেন্ট সাতিশয় যত্ন
আছেন, কিন্তু ক্ষোভের বিষয় এই, জ
দারেরা অদ্যাপিও বিদ্যার রসাস্বাদনে
সমর্থ হইলেন না। এক জন জমিদার বি

শিক্ষা করিলে দেশের যে পরিমাণে উন্নতি লাভ হইবার সম্ভাবনা আছে, সহস্র অপর লোকের শিক্ষায় তাদৃশ ফলোদয় হয় না। যে উপায় অবলম্বন করিলে ইহাদিগকে বিদ্যা শিক্ষা করান যাইতে পারিবে, তাহাও স্থির করা যাইতেছে না। সে দিবস লেপ্টেনন্ট গবর্ণর এই কথা বলিলেন শিক্ষিত না হইলে লোকের নিকটে অতিশয় ঘৃণিত হইতে হয়, যে পর্য্যন্ত জমিদারদিগের এইরূপ সংস্কার না জন্মিবে, সে পর্য্যন্ত ইঁহারা শিক্ষায় এক্ষণ তাদৃশ মনোযোগ করিবেন না। বাস্তবিকও তাঁহারা যে পর্য্যন্ত শিক্ষা না করিতেছেন, সে পর্য্যন্ত বিষম ঘৃণার পাত্র রহিবেন সন্দেহ নাই। মনুষ্য জন্ম পরিগ্রহ করিয়া মনুষ্যত্বের যে একটি প্রধান অঙ্গ বিদ্যা শিক্ষা, তাহা হইতে যিনি বঞ্চিত রহিলেন তিনি কিপ্রকারে মনুষ্য বলিয়া গৌরব করিতে পারেন? বিদ্বান লোকদিগের তাঁহার সহিত একত্র উপবেশনও ঘৃণার বিষয় সন্দেহ নাই। পরীক্ষোত্তীর্ণ উপাধিধারী ছাত্রগণ! সত্য বটে জমিদারদিগের ন্যায় তোমরা ক্ষমতাশালী নহ, কিন্তু তোমাদিগের মন কর্ষিত ও আত্মা উন্নত হইয়াছে, তোমরা ইহার সাহায্য লইয়া সদুপায় কার্য্যে হস্তার্পণ কর। তোমরা কার্য্য করিবার উপযুক্ত স্থান ও উপযুক্ত সময় প্রাপ্ত হইয়াছ, তোমাদিগের দেশে সহস্র সহস্র বিষয়ের অভাব বিরাজ করিতেছে, তোমরা সেই সকল দূর করিবার চেষ্টা দেখ, স্মরণ করিয়া দেখ তোমাদিগের দেশ কেমন অজ্ঞান অন্ধতমসে আচ্ছন্ন হইয়া আছে। মনে কর কি দুর্জ্জয় দুর্নীতি সকল তোমাদিগের দেশে বদ্ধমূল করিতেছে। সেই সকলের মূল উৎপাটন করা তোমাদিগেরই কর্ত্তব্য। অতএব তোমরা তদনুষ্ঠানে যত্নবান হও। বোধ হয় লার্ড কেনিং মহোদয়ের কথা তোমাদিগের স্মরণ আছে। তিনি বলিয়াছিলেন তোমরা এক্ষণে সেইস্থানে অবস্থিত, যে স্থান হইতে পড়িয়া যাইবার সমধিক সম্ভাবনা! যদি চেষ্টা না কর তাহা হইলে অধঃপতিত হইবে আর যদি চেষ্টা কর, ঊর্দ্ধে উঠিতে সক্ষম হইবে। চরিত্র আর একটি বিষয়। যাহাতে তোমাদিগের চরিত্রটি উত্তম হয়, সদা তাদৃশ যত্ন করিবে। সচ্চরিত্রতা অমূল্য ধন। চরিত্র সৎ হইলে সকলের সম্মান ও ভক্তির আস্পদ হওয়া যায়।"

তাঁহার বক্তৃতা এইরূপে সমাপন হইলে সমাজ ভঙ্গ হইল। এই বক্তৃতার বিষয়ে অধিক বক্তব্য নাই, ইহা আপনিই ইহার উৎকর্ষের পরিচয় দিতেছে। তবে আমাদিগের বক্তব্য এই আরস্কিন সাহেব ইউরোপীয়দিগের সহিত এদেশের লোকের সমকক্ষতালাভ বিষয়ে যে অভিপ্রায় প্রকাশ করিয়াছেন আমরা কোন ক্রমেই তদ্বিষয়ের অনুমোদন করিতে পারিতেছি না! এদেশীয়েরা যদি ইউরোপীয়দিগের সহিত তুল্য ক্ষমতা প্রদর্শন করিতে পারেন, সমকক্ষতা লাভে সমর্থ না হইবেন কেন? না হইবার পক্ষে কি বিশুদ্ধ যুক্তি আছে, তাহা ত আমরা বুঝিতে পারিতেছি না। পরিশেষে বক্তব্য এই, আমাদিগের দেশের জমিদারগণ বিশেষ অবহিত হইয়া এই বক্তৃতা পাঠ করুন।

ইণ্ডিয়ান মিরর। ২৭৫

ইণ্ডিয়ান মিরর সম্পাদক সম্পাদকোচিত গাম্ভীর্য্য ও কর্ত্তব্য বিস্মৃত হইয়া ক্রমশঃ দুষ্টতা প্রকাশ করিতে আরম্ভ করিয়াছেন। তিনি দুর্দ্দান্ত বালকের ন্যায় কেবল আমাদিগের উপদেশ বাক্য অগ্রাহ্য করিতেছেন না, পরুষ বাক্য প্রয়োগ দ্বারা আমাদিগের হিত চেষ্টার পুরস্কারও প্রদান করিতেছেন তন্নিমিত্ত আমরা তাদৃশ দুঃখিত নহি। তিনি যে আমাদিগের বাক্যের তাৎপর্য্য বিপর্য্যয় করিয়া পাঠকগণের গোচর করিতেছেন, তাহাতেই আমরা আন্তরিক দুঃখিত হইতেছি। সম্পাদক ২১ই মার্চের মিররে লিখিয়াছেন, "আমরা তাঁহার [illegible] অপ্রকাশিত [illegible] [illegible] দেখিয়া [illegible] আমরা [illegible] [illegible] এইপ্রকার [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] কিন্তু আমরা [illegible] [illegible] হইবে [illegible] আমাদিগের [illegible] [illegible] [illegible] কি [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ঐ বক্তৃতা তাঁহার [illegible] যদি তিনি যুক্তিপূর্ব্বক আমাদের তাৎপর্য্য বিপর্য্যয় করিয়া প্রচার করিয়া থাকেন, [illegible] [illegible] হইবেন। [illegible] [illegible] [illegible] [illegible] বিষয়ে প্রাপ্ত [illegible] [illegible] [illegible] অপ্রকাশের [illegible]

১৫ই মার্চের [illegible] [illegible] সংক্ষিপ্ত ও [illegible] [illegible] নিরর্থক আড়ম্বর [illegible] যথার্থ আমাদিগের [illegible] [illegible] হইত, তাহা [illegible] [illegible] জাতীয় অভিধান [illegible] [illegible] [illegible] প্রতিনিধি [illegible] [illegible] [illegible] প্রবৃত্ত হইবার সন্দেহ নাই। [illegible] [illegible] আকারে প্রবৃত্ত হইয়া আমাদিগের [illegible] হইবার সম্ভাবনা কই? প্রকৃতির [illegible] [illegible] শক্তি সঞ্চিত ছিল, তিনি [illegible] [illegible] সে সমুদায় মিরর সম্পাদককে [illegible] নিঃশেষিত করিয়া [illegible] [illegible] সম্পাদক নূতন প্রকার অনুষ্ঠান [illegible] রসিকতা উদ্ভাবনে সমর্থ হইবেন [illegible]

মিরর একবার বোধে দ্বিতীয় [illegible] পরিত্যাগ করিয়াছেন, কিন্তু তাঁহার [illegible] দেখিয়া আমাদিগের অন্তঃকরণে [illegible] দয়া ও করুণা জন্মিতেছে। আমরা কি

...নাই তা' দেখি নাই। ...এই ধৈর্য্য নাই; ...প্রকার অনুষ্ঠান বাহির ...র্য্য ছিল না, অতএব ...পুস্তক দেখিয়া কি হই... ...ক কিঞ্চিৎ অভিনিবেশ ...দের সোমপ্রকাশ পাঠ ...য় লেখার এই তাৎপর্য্য ...প্ত হইবে। এস্থলে একটী ...উপস্থিত হইয়াছে, তৎ ...হইতেছে না। অথবা প্রশ্ন ...হইবে? মিরর সম্পাদক যে ...তর্ক করেন, তাহার উত্তর ...তাঁহার যে গুণটী বিলক্ষণ ...ক, প্রশংসা করা উচিত। যে ...ব্রাহ্মণ ব্রাহ্ম কি একমাত্র অব... ...জ্ঞোপবীত পরিত্যাগ করিয়া

...এ প্রসঙ্গে মিরর সম্পাদকের ...অদ্ভুত সরল ভাব প্রকাশ পা... ...পাঠক পূর্ব্বে লিখিয়াছিলেন, ...অনুষ্ঠান পুস্তকে যজ্ঞোপবীত ...নাই, কিন্তু উপযুক্ত ব্যক্তির ...র্দ্ধ শিক্ষা করিতে হইবে, তা ...কৌতুক করিয়া জিজ্ঞাসা করি... ...ম, এ কত বয়সে ব্রাহ্মেরা শিক্ষার্থী ...আচার্য্যের নিকটে যাইবেন এবং কত ...বা ব্রহ্মচর্য্য করিবেন?" সম্পাদক মহ... ...দ্রুক কৌতুক বুঝিতে পারেন নাই। ...বেদের কথায় অতিশয় ক্রুদ্ধ হইয়া ...কিন্তু আমরা ব্রাহ্মসমাজে কই বেদের ...দেখিতে পাই না। তাহা হইলে ...দেবেন্দ্রনাথ ঠাকুর পিতৃ শ্রাদ্ধ কালে ...মাতা ...রতে" এই বৈদিকমন্ত্র পাঠ ...ন কেন? সম্পাদক অত ক্রুদ্ধ হইলে ...বে? পূর্ব্বাপর ব্যবস্থিততা চাই। ...আচোর প্রয়োগ. বিশুদ্ধ ধর্ম্মের অংশ ...বিশুদ্ধ ধর্ম্মের আসমীত? এই প্রসঙ্গ ...মিরর কতকগুলি প্রলাপ বাক্য প্রয়োগ ...ছেন, তাহার উত্তর দান যোগ্য নহে। ...উপসংহার স্থলে মিররের কোপ ধৈর্য্য ...অতিক্রম করিয়াছে। তাঁহার এস্থলের শুভেচ্ছে বাক্যের খণ্ডনে আমাদিগের প্রবৃত্তি জন্মিবে না। জাতকর্ম্মাদি দ্বারা জগতের কি উপকার লাভ সম্ভাবনা আছে, যদি এই কথাটী তিনি সাধারণকে বুঝাইয়া দিবার চেষ্টা করেন, তাহা হইলেই আমরা অনুষ্ঠানকারী ব্রাহ্মদিগের প্রতি যে দোষারোপ করিয়াছি তাহা সপ্রমাণ হইবে। যাঁহারা পৌত্তলিক অনুষ্ঠানের নিমিত্ত ক্ষতি ও কষ্ট সহ্য করেন, তাঁহাদিগের কি ঈশ্বরের নিমিত্ত ক্ষতি সহ্য করা হয়? আকিঞ্চিৎকর অনুষ্ঠানই কি যথার্থ ধর্ম্ম? অমর্থপূর্ণ অনুষ্ঠানই কি ঈশ্বরের প্রিয় পদার্থ? নিরর্থক অনুষ্ঠানই কি জগতের কল্যাণবিধান? উপহাসকর অনুষ্ঠানের নিমিত্তই কি ব্রাহ্মেরা ব্রাহ্মধর্ম্মের আশ্রয় গ্রহণ করিয়াছেন? উহা অপেক্ষা কি উন্নত অনুষ্ঠান নাই? আমাদিগের দেশের লোকেরা অজ্ঞান তিমিরে আচ্ছন্ন হইয়া রহিয়াছেন, তাঁহাদিগের অনেকে কর্ত্তব্যাকর্ত্তব্য বোধে অসমর্থ হইয়া পশু সদৃশ অবস্থায় জীবনযাপন করিতেছেন, তাঁহাদিগের অনেকের শারীরিক ও মানসিক উভয়বিধ দুর্দ্দশা দৃষ্ট হইতেছে যে অনুষ্ঠান দ্বারা তাঁহাদিগের অবস্থা সংশোধিত হইয়া উন্নতি লাভ হয়, তাহা কি ব্রাহ্মদিগের আশ্রয়ণীয় নহে? আকিঞ্চিৎকর অনুষ্ঠানের অনুরাগে মত্ত হইয়া সেই সেই মহৎ অনুষ্ঠান বিস্মৃত হওয়া কি ব্রাহ্মদিগের উচিত? ব্রাহ্মেরা কি মধ্যে মধ্যে আমাদিগের স্ত্রীগণের অবস্থা স্মরণ করিয়া থাকেন? তাহা স্মৃতিপথে প্রবৃত্ত হইলে কি আর অলীক অনুষ্ঠান লইয়া আন্দোলিত থাকিতে ইচ্ছা হয়? সেই হতভাগ্য স্ত্রীগণের অবস্থার উন্নতি সম্পাদন কি শুভাশুভ জাতকর্ম্মাদি অপেক্ষা প্রশংসাতর অনুষ্ঠান নহে?

এই প্রস্তাবের উপসংহার কালে আমরা বিনয় পূর্ব্বক মিরর সম্পাদককে একটী প্রশ্ন জিজ্ঞাসা করিতেছি, তিনি যেন অনুগ্রহ করিয়া উত্তর দেন। মিরর সম্পাদক আমাদিগের ন্যায় ব্রাহ্মধর্ম্ম কালক্রমে জগতের একমাত্র ধর্ম্ম হইবে বলিয়া সম্ভাবনা করেন সন্দেহ নাই। কিন্তু কতিপয় ব্রাহ্ম যে অপ্রচিত অনুষ্ঠান প্রবর্ত্তন চেষ্টা করিতেছেন, উহা কি ব্রাহ্মধর্ম্মের বিশ্বজনীন হইবার ব্যাঘাতকর হইবে না? অন্য অন্য জাতি ব্রাহ্মধর্ম্ম গ্রহণ কালে ব্রাহ্মদিগের প্রবর্ত্তিত অনুষ্ঠান গ্রহণে সম্মত হইবেন কেন? ব্রাহ্মেরা কি বাইবেলোক্ত জলাভিষেক ক্রিয়ার মত জাতকর্ম্মাদিকে ঈশ্বর প্রণীত বলিয়া তৎকালে সপ্রমাণ করিতে পারিবেন?

আগত।

১০ই ফাল্গুন ১২৬৭।

ঢাকা।

কলিকাতার বড়বাজার, চীনাবাজার, সিমলিয়া প্রভৃতি যেমন সকল স্থানের বিশেষ বিশেষ নাম আছে সেই রূপ এই ঢাকার মধ্যে নয়াপোলা, পাথরঘাটা, বাবুর বাজার প্রভৃতি ১৫৭ টি (মহল্লা) স্থানের নাম আছে। কলিকাতার বড়বাজারের মধ্যে যেমন চক আছে সেইরূপ এখানেও একটি যৎসামান্য চক আছে। এই চকের মধ্যে, প্রকাণ্ড একটী কামান ইষ্টক দ্বারা গাঁথা আছে। এই সহরে যে কালেক্টরী আফিসের চৌকিদারী বহির হিসাবে দোকানদার সমেত প্রায় ১১২৩৮ ঘর লোকের নাম এবং স্বদেশীয় বিদেশীয় লইয়া প্রায় ৬০০০০ লোক সংখ্যা হইবেক। এখানে সর্ব্বাপেক্ষা মুসলমান অধিক হইবেক। তাঁতি ও শঙ্খবণিকও নিতান্ত কম নহে। তাঁতিরা অতি যৎসামান্য কতকগুলি বাঁশ শলাকা দ্বারা অপরিষ্কৃত ঢাকাই বস্ত্র বয়ন করিয়া থাকে। শুনিয়াছি বস্ত্র নির্ম্মাণের সময় দুই জনের আবশ্যক হয়। এদেশীয় মানবগণ অত্যন্ত চৌক্ষ স্বভাব, প্রায় অনেকেই অনামিক ও অদূরদর্শী কিন্তু বৈরনির্য্যাতনে তৎপর। সহস্র স্ত্রীলোকের মধ্যে এক জন সুন্দরী আছে কি না সন্দেহ স্থল।

এখানে নানা ধর্ম্মাবলম্বী মনুষ্য বাস করে বটে, কিন্তু হিন্দু ও মুসলমানই অধিক। কলিকাতায় মহরম প্রভৃতি মুসলমানদিগের যে পর্ব্ব সম্পন্ন হইয়া থাকে, এখানে তাহার কোন অংশে ত্রুটি নাই, প্রত্যুত কোন কোন অংশে অধিক হইয়া থাকে। মিসনরিরা কলিকাতা প্রভৃতি স্থানে খৃষ্ট ধর্ম্ম প্রচার করিয়া যেরূপ কৃতকার্য্য হইয়াছেন এখানে সেরূপ হইতে পারেন নাই। ধর্ম্মের বাহ্য আড়ম্বর প্রায়,

সন্ধান দেখিতে পাওয়া যায়। নাস্তিক তাদের ধর্ম প্রতি পালন তাহার এরূপ মহাত্মা ব্যক্তি অল্প। ঢাকায় ৩ টী ব্রাহ্মসমাজ আছে। তন্মধ্যে শ্রীযুক্ত বাবু বঙ্গচন্দ্র রায়ের বাটীতে যে সমাজ হয়, সেইটিই সর্ব্ব প্রধান। যে বিশুদ্ধ ব্রাহ্ম ধর্ম্ম প্রচার না হইলে জগতের সম্পূর্ণ মঙ্গল সম্ভাবনা নাই তাহার উৎকর্ষ সাধনে অনেক কৃতবিদ্য ব্যক্তিকে পরাঙ্মুখ দেখিতে পাওয়া যায়, ইহা অপেক্ষা আক্ষেপের বিষয় আর কি আছে। এখানকার ব্রাহ্মসমাজের অধিনায়ক শ্রীযুক্ত বাবু বঙ্গচন্দ্র রায় কোন কর্ত্তব্য বিষয়ে প্রতিজ্ঞা করিয়া তাহার অন্যথাচরণ করাতে অনেক কৃতবিদ্য ব্যক্তির তাঁহার প্রতি অশ্রদ্ধা হওয়াতে এখানে ব্রাহ্মধর্ম্মের উন্নতি পক্ষে অত্যন্ত ব্যাঘাত হইতেছে। আমি গত বুধবারে উক্ত সমাজে গমন পূর্ব্বক সভার অবস্থা সন্দর্শন করিয়া অত্যন্ত দুঃখিত হইলাম। উপাচার্য্য উপাসনার পর শুভ্রভাষিণীর দুটী প্রস্তাব পাঠ করিলেন। তাহার পর ২ টী সংগীত হইয়া সভা ভঙ্গ হইল। আত্মার উৎকর্ষ বা স্বদেশের কল্যাণ বিষয়ক স্বতন্ত্র বক্তৃতা বা কথোপকথন কিছুই হইল না। সমুদায়ে ২৩ টি ব্রাহ্ম উপস্থিত ছিলেন, তন্মধ্যে কেবল উপাচার্য্য প্রভৃতি দুই তিন জন আমার সহিত কিয়ৎক্ষণ আলাপ করিয়া বাসায় প্রস্থান করিলেন।

শুনিলাম ব্রাহ্মদিগের প্রতি অনেকে অসন্তুষ্ট হইয়া সমাজ পরিত্যাগ করিয়াছেন। কিন্তু পরিত্যাগ না করিয়া দোষ সংশোধনের চেষ্টা করাই তাঁহাদিগের কর্ত্তব্য ছিল। যাহাদিগের ধর্ম্মের বিশুদ্ধ ভাব হৃদয়ে অঙ্কিত হইতেছে বোধ হয়, তাঁহারা সমাজের অসদ্ভাব দেখিয়া সংশোধন চেষ্টা না করিয়া নিশ্চিন্ত থাকিতে পারেন না। এখানে কার্ত্তিক ও সরস্বতী পূজা তিন চারি দিবস হইয়া থাকে। ঢাকার দক্ষিণদিক নারায়ণগঞ্জ মহকুমা এই দুটী প্রধান ব্যবসায় স্থান।

আমি অনুসন্ধান করিয়া দেখিলাম এখানে ঘেঁটু পূজা নাই। ওলাউঠার প্রাদুর্ভাব হইলে ২৪ পরগণা প্রভৃতির ন্যায় এখানে ওলাবিবির গান বা শিরণী দেওয়া হয় না। এখানে ওলাউঠা হইলে মনসা পক্ষকে দেবতা জ্ঞানে পূজা বা আরাধনা করা হইয়া থাকে। কেহ কেহ পীড়া হইলে স্থান বিশেষের পীর ঠাকুর পীর (মুসলমানের পীর) নিকট পূজা মানিয়া তাহারই আরাধনা করিয়া থাকে। এখানকার কালেক্টর এক অদ্ভুত টাক্সের সৃষ্টি করিয়াছেন। তিনি এই আজ্ঞা প্রচার করিয়াছিলেন, যাহারা ঢাকানগরের মধ্যে কার্ত্তিক ও সরস্বতী প্রতিমা সাজাইয়া রাস্তায় বাহির করিবে তাঁহাদিগকে টাক্স দিতে হইবে। যাঁহারা বাহির করিয়াছিলেন তাঁহাদিগকে টাক্স দিতে হইয়াছে। ২৭৭

কলিকাতা নর্ম্মাল স্কুলের ছাত্রেরা সংস্কৃত বিদ্যাশিক্ষা ও অজ্ঞ মতিবিমানাশিনী নামক দুটি সভা সংস্থাপন করিয়াছেন। আমি সংস্কৃত সভার কার্য্যপ্রণালী প্রত্যক্ষ করিয়া অতিশয় প্রীত ও প্রসন্ন হইয়াছি। প্রতি রবিবার বেলা ২ টার সময়ে সভার কার্য্য আরম্ভ হইয়া ৩ টার পর শেষ হইয়া থাকে। ইহা দ্বারা ছাত্রদিগের বিলক্ষণ সংস্কৃত চর্চ্চা হইতেছে। অজ্ঞানতিমিরনাশিনী সভায় ঐহিক ও পারমার্থিক উভয়বিধ বিষয়ের আলোচনা হইয়া থাকে।

কএক বৎসর অবধি বিক্রমপুরনিবাসী শ্রীযুক্ত চন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঢাকার পোগস সাহেবের স্কুলে বাঙ্গালার শিক্ষকতা কার্য্য নির্ব্বাহ করিতেছেন। ইনি পৃথিবীর বার্ষিক গতি ব্যতীত একটি অতিরিক্ত গতি আবিষ্কার করিয়া তদ্বিষয়ক এক খানি পুস্তক প্রকাশ করিয়াছেন। কিন্তু অদ্যাপি কৃতবিদ্য ব্যক্তিরা তাঁহাকে উৎসাহ প্রদান না করিয়া কেবল উপহাস করিয়াছেন। তিনি আমাকে বলিলেন ইউরোপে যদি এরূপ ব্যাপার উপস্থিত হইত উক্ত দেশের লোকেরা তাহা তথ্য নির্ণয় করিবার নিমিত্ত কত যত্ন কত পরিশ্রম ও কত অর্থ ব্যয় করিয়া কত উৎসাহ প্রদান করিতেন কিন্তু আমাদিগের দেশের মানবগণ তাহাতে দৃক্‌পাতও করিলেন না। ইহার মতে বৎসর বৎসর পৃথিবী কিঞ্চিৎ কিঞ্চিৎ দক্ষিণ দিকে সরিয়া যাইতেছে। আপাততঃ বোধ হয় এটি কর্ণপাতের যোগ্য নহে।

কিছু কাল অতীত হইল এই রত্নেশ্বর দাস নামক এক ব্যক্তি … লঙ্ঘন করিয়া আগরতলা নামক … ত্রিপুরা রাজবাটীতে কর্ম্ম করিতে … সময়ে তথায় অত্যন্ত বাড়ীতের … গ্রামস্থ প্রায় সকলে একবাক্য হই … বিপদ হইতে উদ্ধার হইবার আশয়ে … বলি প্রদান পূর্ব্বক রক্ষাকালী পূজা … উহা দেখিয়া উক্ত ব্রাহ্মধর্ম্মাবলম্বী … পূজাকারিদিগকে বিদ্রূপ করিবার … একটি পাঁটাকে দেবতা করিয়া এবং … কালীমূর্ত্তি নির্ম্মাণ করিয়া সেই পাঁটা … কে বলি প্রদান করে। এই ব্যাপার … ত্রিপুরা রাজা বিরক্ত হইয়া দূতদিগকে … কার ক্লেশ প্রদান করেন। অন … কাল সে স্থান হইতে … আসিয়াছেন। একণে তিনি … দারোগার পদে অভিষিক্ত হইয়াছ … ইনি সকল ধর্ম্মেরই পোষকতা … কিন্তু কোন দলেই মিশিতে পারিতে … ইনি যেমন চতুর লোক, তেমনি … কপটীও হইয়াছে।

—•—

২৭৭ বিবিধ সংবাদ।

২০শে চৈত্র সোমবার।

এক জন ঢাকা হইতে লিখিয়াছে … পানীয় বসন্তের অতিশয় প্রাদুর্ভাব …

আমরার সেই স্থান … ছেরা একটি স্বতন্ত্র … স্থাপন … এটা কেবল ছাত্রদিগের …

প্রকাশিত হইয়াছে, বোম্বাইয়ে … ইউরোপীয় বণিক … করিয়া বিক্রয় করে। … প্রাণ্ট স্মিথ কোম্পানি ৫০০০ … প্রকারে মিশ্রিত হইবার কথার উ … ছেন। এইসকল বিষয় কেন … পারে আপনারা … মারিতেছে … সুস্থ … ইহাদি … কি স্বত… প্রস্তাব

… টেলিগ্রাফে সংবাদ … আসিয়াছে কিঞ্চিৎ … ন। …

...টি সাহেব গবর্ণমেণ্টের আজ্ঞায় ...দুর নিবাসের বিষয়ে লিখিয়াছেন ...পেক্ষা পর্ব্বতে অধিকতর গ্রীষ্ম হ... ...ক উহাতে আশ্চর্য্য বো[illegible] করিবেন, বাস্তবিক কথা।

...গেজেট বলেন জয়পুরের রাজা রাণী ...লিকাতায় বিশেষ চেষ্টা আসিয়া... ...ঘিরে ১১,০০০ টাকা ভাড়া দেন। ...ম্পানির কেরাণী ও সাহেবদিগকেও ...কিঞ্চিৎ অর্থ পুরস্কার দিয়া চন। এ... ...কালেজের কৃতবিদ্য ছাত্রেরা হোলি ...আমোদ করেন নাই, বরং অন্যকে ...হইতে বিরত করিবার চেষ্টা করিয়াছে ...কাশীর ন্যায় কুসংস্কারবিশিষ্ট স্থা... ...ধর্ম্মের যুবকের হইতেছে, আমাদিগে ...বাঙ্গালী ব্রাহ্মধর্ম্মে [illegible] ...হেন, কেন?

...ত্র এক জন দিল্লী হইতে লিখি... ...স্তা লোকদিগের আবেদন অনু... ...র্ড এলগিন দিল্লী হইয়া রেইলওয়ের ...বিষয়ে সম্মত হইয়াছেন। লার্ড ...রেঞ্চ যমুনার দক্ষিণদিগে ষ্টেসনের ...পিত করিয়াছেন। গবর্ণর জেনেরল ...চীন রাজধানীর উন্নতির জন্য আঁ... ...করিয়াছেন। কিন্তু এক শ্রেণী উ... ...নগরটি এক কালে সমভূমি করি...

...টাইমস্ তত্রত্য সরকারী দুইখা... ...কাশ করিয়াছেন। উহদ্বারা জানা ...জাহাজ নীলকার দ্বীপের নিকটে ...তত্রত্য অধীশ্বর ও অধিবাসির... ...দের প্রতি বিশেষ সদ্ব্যবহার ক... ...জ্য গবর্ণমেণ্ট উঁহাদিগকে ধন্য... ...করিয়াছেন। ইহা অপেক্ষা উঁহা... ...পুরস্কার দেওয়া উচিত ছিল।

এডিনিয়ম বলেন সম্প্রতি সব ...বলিয়ান সেক্রেটারি বেলি সাহে... ...অনুসারে মান্দ্রাজ গবর্ণমেণ্ট ও ...সম্প্রদায়কে ইষ্টাম্প আইন, টে... ...বোর্ডের সহিত জাকের ...তাঁহাদিগের অভিপ্রায় প্রকা... ...[illegible]

...নিয়ান বলেন, খত, প্রভৃতিতে অপরিমিত ইষ্টাম্প লাগিয়া থাকে। ইষ্টাম্প আইন সংশোধন করা তাঁহার অভিপ্রেত। যখন হারিংটন সাহেব এবিষয়ে বিল করেন, তৎকালে রাজা দিনকর রাও তাহার প্রতিবাদ করিয়াছিলেন কিন্তু অত্যন্ত [illegible] তাঁহার কথা ... হইয়াছিল। আদালতে কোন বিষয়ের নকল লইতে হইলে ছোট ছোট ইষ্টাম্প জুড়িয়া লইতে হয় কেন? এটী কি অর্থ উপার্জ্জনের পন্থা নয়?

...রে, ও চারলস্ আলেক জণ্ডার নামক দুই ব্যক্তি ভারতবর্ষীয় রেইলওয়ে কোম্পানির দ্রব্য অপহরণ করাতে ইউরোপী...দের চারি বৎসর পরিশ্রমসহ কারাবাস হইয়াছে: কিন্তু ফিরিঙ্গি আলেকজণ্ডারের সাত বৎসর দ্বীপান্তরবাস করিতে হইবে। দণ্ডের এ প্রকার বিভিন্নতা কেন?

অদ্যাবধি বেলা ৭ ঘটিকার পর ব্লাণ্ডফোর্ড সাহেব আসিয়াটিক সোসাইটির বাটিতে ভূতত্ত্ব বিষয়ক উপদেশ দিবেন। কয়েক দিবসাবধি ইহা পঠিত হইবে। যাহারা তাহা শ্রবণ করিতে চাহেন তাঁহাদিগকে দশ টাকা করিয়া দিতে হইবে: এই সকল উপদেশকদিগকে উৎসাহ দেওয়া কর্ত্তব্য।

হিন্দুপেট্রিয়ট শ্রবণ করিয়াছেন ১৮৬৩। ৬৪ অব্দের ব্যয়ের হিসাব প্রস্তুত না হইলে হুম ও সাহেব উত্তর পশ্চিমাঞ্চলে গমন করিতে পারিবেন না।

...ডন কলেজের ধাত্রী রসরাজ পত্র আমাদিগের হস্তগত হইয়াছে। আহ্লাদের বিষয় এই ই... ...তে একণে আর কোন অশ্লীল বিষয় লিখিত হইবে না। সম্পাদক ইহাকে সাহিত্য পত্র করিবার কল্পনা করিয়াছেন। যাহা হউক ইহার নামটিতেও আমাদিগের অরুচি জন্মিয়াছে। সম্পাদক এই সঙ্গে নামটিও পরিবর্ত্ত করুন।

৫ ই চৈত্র মঙ্গলবার।

হরকরার কাছাড়স্থ সংবাদদাতা বলেন। তত্রত্য চার কার্য্যে নিযুক্ত কুলিরা লাক্ষেশায়ারের দুর্ভিক্ষ বিপন্ন দুঃখি ব্যক্তিদিগের সাহায্যার্থ প্রত্যেকে ৩ আনা করিয়া দিয়া ১২৫০ টাকা প্রদান করিয়াছে।

ঢাকাপ্রকাশ বলেন, জমিদার শ্রীযুক্ত ...

...পক্ষ বন্ধুদের তোষামোদে আরোপ করিয়া... ...হ, কিন্তু কে তাহা বিশ্বাস করে কোথা হইতে... ...জানিল তাহার নিশ্চয় হয় নাই।

ফিনিক্স বলেন এক্ষণে অনেক স্বর্ণের আমদানি হইতেছে।

অষ্ট্রেলিয়া হইতে	৪০৪০০০০ টাকা
ব্রাজিল হইতে	৫৩৭০০
মেক্সিকো হইতে	১৬০৪০০০
... হইতে	৯০০০০
নিউইয়র্ক হইতে	১২,০০০
পোর্ট লাণ্ড হইতে	৫০০০০

আলেকজান্দ্রিয়া হইতে ৭২৫০০ টাকার স্বর্ণ আমদানি হইয়াছে এবং অপর... হইতে ১৪৬০০০০ টাকার রূপা আমদানি হইয়াছে, তন্মধ্যে কেবল ইংলণ্ড ব্যাঙ্কে ১২৫০০০০ টাকার স্বর্ণ বিক্রীত হইয়াছে।

লাহোর ক্রনিকেল বলেন, ভারতবর্ষীয় ...প্রধান সভার এডিসন ... অনরেবল এ... ...বার্টন [illegible] প্রধান ... নিযুক্ত হইয়াছেন।

ফ্রেণ্ড ইণ্ডিয়া বলেন প্রধান সেনা... ...শান্ত পোষাকের প্রস্তুত হইয়াছেন, ...চেষ্টা আবার শীঘ্রই পদ গ্রহণ করিবেন।

ইংলিশম্যান বলেন হায়দ্রাবাদের মহারাজা... বলেন তথাকার এক জন ব্রাহ্মণ ... সাহেবের পক্ষে ছিল বলিয়া ধৃত হইয়াছে।

বাঙ্গালি সম্পাদক বলেন বাঙ্গালার লেপ্টেনেণ্ট গবর্ণর আজ্ঞা করিয়াছেন, ই. টি ট্রেবর এইচ এল ডে[illegible] রাজা প্রতাপচন্দ্র সিংহ ...হাত্মা সতীশচন্দ্র রায় বাহাদুর বাবু ...নাথ ঠাকুর কুমার হরেন্দ্র কৃষ্ণ বাহাদুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং সাধারণ শিক্ষাকার্য্যের ডাইরেক্টর ও রে কমিশনরের ... ...র তত্ত্বাবধায়ক হইবেন।

উক্ত পত্র আরো বলেন সর বার্টল ফ্রিয়ার ... বাসী যে সাতে সিন্ধুদেশ সম্পর্কার্থ ... ...ভিলাষ করিয়াছেন।

ই [illegible] বলেন এক জন আফ্রদ ... ...মী মহারাজ সর জঙ্গবাহাদুরকে লিখিয়াছেন যে ... ন কিরাটে বিদ্রোহি প্রধান ফিরোজ সাহকে দেখিয়াছেন এবং তিনি মান। ও ... ... পরিবার সঙ্গের সহিত ... তিনি সেই ... পথে ... ...।

৮ই চৈত্র বুধবার।

ফিনিক্স বলেন, জয়পুরের মহারাজ ... ...ডাক্তারি কালেজে ১০০০ টাকা প্রদান করি...

ছেন, এবং কলিকাতা, প্রেসিডেন্সি কালেজে একটী ছাত্র বৃত্তি প্রদান করিবেন বলিয়াছেন। তিনি আগামী নবেম্বর পর্য্যন্ত কলিকাতা হইতে প্রস্থান করিবেন। লেপ্টেনন্ট গবর্ণর আমরেস্বর ষ্টিব ও সম্মানবান টি. [illegible] প্রভৃতি অন্যান্য অনেক ব্যক্তি কাশীপুরে তাঁহার সহিত সাক্ষাৎ করিয়া আসিয়াছেন।

তিনি আরো বলেন বাঙ্গালা দেশীয় লেপ্টেনন্ট গবর্ণর এই প্রস্তাব করিয়াছেন আগামী জানুয়ারি মাস পর্য্যন্ত কৃষি সংক্রান্ত একটী মেলা হয়।

উক্তপত্র আরো বলেন ক্যানিঙের ন্যায় এখানের সৈন্যদলের ব্যয় সংক্ষেপ করিবার কল্পনা হইয়াছে কিন্তু ইউরোপীয় সৈন্য না কমাইলে উদ্দেশ্য সিদ্ধ হইবে না, ২০০০০ এতদ্দেশীয় সৈন্য কমাইলেও ২০ লক্ষ টাকা উদ্বৃত্ত হওয়া ভার। আমরা বরাবর ইউরোপীয় সৈন্য সংখ্যা কমাইবার প্রস্তাব করিয়া আসিতেছি।

তিনি আরো বলেন ১৮৬১। ৬২ অব্দে রেঙ্গুনে প্রায় ২৭০০০ টন কাঠের আমদানি ও ২৫৭২ টন কাঠের রপ্তানি হইয়াছে ও মৌলমিনে প্রায় ১০৮০০০ টনের আমদানি ও ৯১৭১০ টনের রপ্তানি হইয়াছে।

মীরাটের ন্যাশনাল গবর্ণর জেনরল ১০ই মার্চ্চ রুড়কির সেনানিবেশ উঠাইয়া আনিয়াছেন, এখানে সেনাপতি রবিন্স নিমিত্ত আসিতে পারেন নাই।

উক্ত পত্র আরো বলেন গোয়ালিয়রের মহারাজ ১০ই মার্চ্চ বেনারসে উপস্থিত হইয়াছেন। ঐ দিন সেখানে একটী মেলা হইয়াছিল, তাহাতে বিজয়নাগ্রামের রাজা অনেক টাকা ব্যয় করিয়াছেন।

তিনি আরো বলেন ৮ই মার্চ্চের মর্ক্কেন্টাইল কহি আছে যে ফিরিয়া আসিয়াছেন। তথায় অত্যন্ত জ্বরের প্রাদুর্ভাব হইয়াছে। তাহার নিকটে আর ডাকাতের উপদ্রব নাই।

কানেজারে প্রায় ৬৬৬০০০ টন কাঠের আমদানি হইয়াছে।

রঙ্গপুর দিকপ্রকাশ বলেন কোচবিহারের রাজা শারীরিক অস্বাস্থ্য আশঙ্কায় কিছু দিনের জন্য দেশ ভ্রমণ করিবার অভিলাষ করিয়া যাত্রা করিয়াছিলেন, পরে তাঁহার কর্ম্মচারিদিগের উপদেশে বিশ্বাস না হওয়াতে প্রত্যাগত হইয়া পুনরায় রাজকার্য্যে মনোযোগ দিয়াছেন।

ইণ্ডিয়ান এম্পায়ার অনুমান করেন যে কর্ণেল ডুরাণ্ডকে সাধারণের সম্মানের চিহ্ন স্বরূপ ইণ্ডিয়া উপাধি প্রাপ্ত হইবার সম্ভাবনা আছে।

গীজিতে অত্যন্ত মড়কের প্রাদুর্ভাব হইয়াছে।

ইংলিসম্যান বলেন অযোধ্যার প্রধান বিদ্রোহী ওয়াজিরুদ্দিনকে ধরিতে যাহারা সাহায্য করিয়াছিলেন তাঁহারা গবর্ণমেণ্ট হইতে ৫০০ টাকা পুরস্কার পাইয়াছেন।

ফীল্ড ঘেজেট বলেন আগরায় একটী নূতন বিচারালয় স্থাপিত হইয়াছে, তথাকার মাসিক ২০০ টাকা বেতনে এক জন সভাপতি নিযুক্ত করিবার অভিলাষ করিয়াছেন।

সমাচার হিন্দুস্থানী বলেন আগ্রাবাসীরা তাহাদের নব্য কমিশনর ক্রস ও কর্ণেল বাবোকে এক এক অভিনন্দন পত্র প্রদান করিয়াছেন।

তিনি আরো বলেন অযোধ্যায় বিদ্রোহ হইবার উপক্রম হইয়াছে, মুসলমানেরা কোরাণ স্পর্শ করাইয়া শপথ পূর্ব্বক লোকদিগকে বিদ্রোহে উত্তেজিত করিতেছে, ইতিমধ্যে কয়েক জন ধৃত হইয়া পরীক্ষার্থ বন্দী হইয়া রহিয়াছে। বিদ্রোহের সাক্ষ্য তাহারা বর্ণ হইতে পারে না।

ইণ্ডিয়ান মিরর বলেন এই রূপ কিম্বদন্তী বাঙ্গালা ব্যাঙ্কের কার্য্য বৃদ্ধি হওয়াতে দীল্লি অমৃতসর ও মুলতান প্রভৃতি স্থানে শাখা ব্যাঙ্ক স্থাপিত হইবে।

৭ই চৈত্র বৃহস্পতি বার।

সম্প্রতি ফ্রান্সের অন্তর্গত মার্টিন নগরের বিচারালয়ে এক অদ্ভুত মোকদ্দমা হইয়া গিয়াছে। মাউন্ট. ডি কষ্টেল নামক এক জন ফরাসী কুলীন অত্যন্ত দারিদ্র্যগ্রস্ত হওয়াতে আপনার অতি দীর্ঘাকৃতি স্ত্রীকে অদ্ভুত পদার্থের ন্যায় প্রদর্শন করিয়া প্রত্যহ কিঞ্চিৎ কিঞ্চিৎ অর্থ সংগ্রহ করিতেন। কিন্তু উক্ত রমণী কিছু দিন পরে বানর ও ভল্লুকের ন্যায় সকলের সমক্ষে দণ্ডায়মান হইতে অসম্মত হওয়াতে কাউন্ট ঐ প্রকার দীর্ঘকায় এক ব্যক্তি বিক্রয় কারীকে ৫০ ফ্রাঙ্ক (৬০ টাকা) মাসিক বেতন স্বীকার করিয়া প্রদর্শনের জন্য আনয়ন করেন। তাঁহাদের উভয়ের এই প্রতিজ্ঞা হইয়াছিল যে ব্যক্তি প্রথমে অপরকে ত্যাগ করিবেন তাঁহাকে ৭০০ ফ্রাঙ্ক দণ্ড দিতে হইবে। কাউন্টের স্ত্রী ঐ বিক্রয়কারীর প্রতি সম্পত্তি জন্মে বিরক্তি প্রকাশ করাতে তিনি তাহাকে বিদায় করিয়া দেন। তন্নিমিত্ত ঐ স্ত্রীলোক বেওয়ারীতে নালিশ করিয়া ৫০০ ফ্রাঙ্ক পাইয়াছে। অভিযোগ সম্বন্ধ আর অনেক এরূপ কাছাকাছি।

মন্ত্রিসভার কতকগুলি সভ্যের ক্ষমতা [illegible] কিরূপ হইয়াছে, এই আন্দোলন হইল মান্দ্রাজের মেডিকেল কালেজের কয়েক জন ছাত্র কাগজ চুরি করিয়া তাহাদিগকে বিদ্যালয় হইতে দূরীকৃত করা হইয়াছে। ঐ অপরাধে তাহারা এই রূপ শাস্তির উপযুক্ত [illegible]।

প্রায় দুই বৎসর পূর্ব্বে [illegible] জন ইংরাজ কয়েদী ছুটিয়া গিয়া আইন অনুসারে স্বীকৃত করিতে গমন করেন। তাঁহারা সিমলা পার হইয়া বিবাদ উপস্থিত হওয়ায় সেই পক্ষ ও অধিক দূর গিয়াছিলেন। কয়েক জন কাফির তাহাদিগের কয়েক জনকে বধ করিয়াছে। স্বাধীন পিষ্ট, মক্কা ও মুসলমান না হইলে ঐ স্থানে গমন করা কঠিন।

উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থা অনিশ্চিত হইতেছে। এক জন পাদ্রীর সঙ্গে মেণ্ট আজ্ঞা করিয়াছেন যে ব্যক্তি এক হত্যা করিবে, তাহাকে [illegible] টাকা পুরস্কার দেওয়া হইবে। গ্রামবাসীরা [illegible] ও সম্মতি আর বিচার নষ্ট করিতেছে। তথাকার লোকের সংখ্যা হ্রাস হইতেছে না।

বোম্বাইয়ের কতকগুলি [illegible] সকল কর্ম্ম সাধারণ এক সভা [illegible] করিয়াছেন। [illegible] বিবাদের ন্যায় [illegible] করিয়াছেন। কলিকাতার স্থানীয় বণিকেরা এখন কি করেন না দেখি?

ফরাসী গবর্ণমেণ্ট আলজিরিয়ার এক ফরাসী [illegible] এক সম্প্রদায় স্থাপিত হইয়াছে [illegible] কোম্পানি সঙ্গে আনিয়া [illegible] যে দেশ বাণিজ্য [illegible] পত্র টেরই নিমিত্ত হইয়া।

[illegible] এক জন দুর্ব্বৃত্ত [illegible] সেই ব্যক্তিকে নিতে [illegible] নগদ ৩০০ টাকা কর্জ করিয়া তাহাকে অত্যাচার করিয়া [illegible] ঐ ব্যক্তি পুলিসের হস্তে সমর্পিত হইয়াছেন। কিন্তু সে পর্য্যন্ত ডাকাতের সংখ্যা আবার বাড়িয়াছে।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কম শিক্ষা স্থাপিত হইয়াছে।

ত্রিবাঙ্কুরের মুসলমান [illegible] পণ্ডিত জুন মিশর প্রধান নগরে এক কোম্পানি হইয়াছেন। [illegible] ৫০ লক্ষ টাকা। আদালতের বাহাদুরেরা [illegible] হইয়া আছেন।

[illegible] আক্রান্ত হইলে ম[illegible] কুমার স্বামী [illegible] সিংহলবাসী [illegible] লণ্ডনে ব্যারিষ্টর [illegible] গমন করেন ইনি এক বৎসরে ঐ উপাধি [illegible] হইয়াছেন।

[illegible] হৈদ্রি নামক এক জন পুলিষ ই[illegible] [illegible] নামক এক ব্যক্তিকে [illegible] করিয়া বধ করে। প্রধানতম বি[illegible] তাহার এক বৎসর [illegible] হইয়াছে [illegible] হত ব্যক্তির স্ত্রীর [illegible] মৃত্যু হইয়াছে এখন যদি কেহ পীড়িত বধ করে তবে তাহার ফাঁসী হইবে [illegible] অপরাধীরা [illegible] পান করেন, তাঁহা [illegible] [illegible] বিকৃত হইয়া থাকে সন্দেহ নাই [illegible] কোন ব্যক্তি যদি সেই বিকৃত মস্তিষ্ক [illegible] প্রাণ সংহার করে, [illegible] [illegible] দিয়া তাহাকে মুক্ত করিবে

[illegible] ওয়েলসের বিবাহ উ[illegible] [illegible] অনেক আড়ম্বর [illegible] হইয়াছে। [illegible] কেবল টাকা [illegible] [illegible] ভাল হয় নাই। [illegible] [illegible] যে কোন রূপে টাকা [illegible] থাকিলেই [illegible]

গবর্ণমেণ্টের [illegible] সংবাদদাতা, [illegible] সেনাপতি [illegible] [illegible] এক যুদ্ধে পরাজিত [illegible] আমীর ও তাঁহার পুত্র আবদুল খাঁ [illegible] [illegible] শীঘ্র [illegible] সন্ধি করিলে আমিরের [illegible]

[illegible] হইতে [illegible] মহারাজা[illegible] [illegible] টাকা প্রেরিত হইয়া[illegible] [illegible] টাকা সংগৃহীত হইয়াছে। [illegible] মহারাজার [illegible] দিয়া [illegible] করিয়াছেন।

[illegible] প্রধান প্রধান লোকেরা [illegible] [illegible] সাহেবের নিকটে [illegible] বালিকা বিদ্যালয়ের জন্য সাহা[illegible] [illegible] করিয়াছেন। [illegible] [illegible] বহুল [illegible] [illegible] আমাদিগে[illegible] [illegible] বিদ্যালয়ের [illegible] আবশ্যক [illegible] [illegible] আমরা [illegible] নীলকর [illegible] [illegible] তাঁহাদিগকে ১,১,০০০ টাকা

[illegible] হন। তাঁহার [illegible] ৫০০০ টাকা [illegible] [illegible] করিয়াছেন। অনেক কর্মচারী ও পেন্সনভো[illegible] [illegible] [illegible] আদায় করিয়া টাকা [illegible] এখন [illegible] সকল চাই।

পূর্ব্ব [illegible] কেপ্টেন [illegible] [illegible] নামক কে ব্যক্তি এক জন আসল কুকাস [illegible] [illegible] তাহার মৃত্যু হয়। প্রধানতম [illegible] নিযুক্ত পাইয়াছে। কিন্তু ঐ ব্যক্তি [illegible] [illegible] করিয়াছে। [illegible] আসামিদের [illegible] এ কি বিচার হইতে লাগিল। [illegible] এরূপ অবস্থা [illegible] যে লোকে স্বহস্তেই বিচার ভার গ্রহণ করিবে।

পূর্ব্ব [illegible] বেহালার [illegible] প্রবৃত্ত [illegible] [illegible] প্রধান ইঞ্জিনিয়র [illegible] সাহেবকে প্রশংসা করিয়াছেন, কোম্পানি [illegible] [illegible] সময় [illegible] [illegible] লার্ড [illegible] [illegible] করিয়া আছেন।

সংবাদ আসিয়াছে [illegible] প্রধান সেনাপতির [illegible] মৃত্যু হইয়াছে। আর এক জন সর্দ্দার [illegible] গ্রহণ করিয়াছেন। [illegible] [illegible] প্রবাহ [illegible] হইতেছে।

টাইমস অব ইণ্ডিয়া বলেন বেলুচ হইতে বি[illegible] [illegible] নামক এক জন [illegible] কিছু টাকা লইয়া রেইল ওয়েতে আসিতেছিলেন। তাঁহাকে পথে এক ব্যক্তি হত্যা করিয়া অর্থ অপহরণ করিয়াছে। [illegible] তাঁহার [illegible] সহচরকে ধৃত করা হইয়াছে।

৮ই চৈত্র শুক্রবার।

টাইম অব ইণ্ডিয়া বলেন, বোম্বাইয়ের গবর্ণর ১৪ ই মার্চ বেটকলে পৌঁছিয়াছেন। তথাকার [illegible] বিষয় সন্দর্শন করেন। ধারাবার ও সিদ্ধেশ্বর গড়ের মধ্যস্থিত [illegible] [illegible] সন্দর্শন করিয়াছেন।

উক্ত পত্র আরো বলেন [illegible] [illegible] মাদ্রাস কালেজ খুলিয়াছে। তথায় পারসী পুরোহিতপুত্রদিগকে [illegible] ও [illegible] ভাষায় শিক্ষা দেওয়া হইবে। উক্ত ভাষায় পারসীদের অনেক ধর্ম্মপুস্তক আছে।

আলাহাবাদ গেজেট বলেন [illegible] [illegible] [illegible] বিষয়ের অনুসন্ধানার্থ নিযুক্ত হইয়াছেন।

ইণ্ডিয়ান মিরর বলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ৮ জন হিন্দু ছাত্র বি, এ পরীক্ষায় উত্তীর্ণ হইয়াছেন।

[illegible] বলেন [illegible] এক জন [illegible] [illegible] [illegible] অর্থ

[illegible] আপন ব্যয় নির্ব্বাহ করিয়া ছিলেন [illegible] নিযুক্ত হইয়াছেন।

[illegible] বলেন, [illegible] নামে [illegible] [illegible] এক জন [illegible] [illegible] হন।

[illegible] বলেন [illegible] [illegible] তাঁহা[illegible] [illegible] করিয়াছেন।

তিনি আরো বলেন [illegible] [illegible] [illegible] ইঞ্জিনিয়র উপাধি প্রদান করিয়াছেন।

৯ই চৈত্র শনিবার।

[illegible] বলেন, প্রধান সেনাপতি [illegible] [illegible] গমন করিবেন [illegible] [illegible] জেনরল [illegible] সি, বি, উত্তর পশ্চিম[illegible] [illegible] কিন্তু [illegible] ঐ প্রেসিডে[illegible] [illegible] সেনাপতিত্ব ভার গ্রহণ করিবেন।

উক্ত পত্র আরো বলেন আর, পি, [illegible] [illegible] অবকাশ [illegible] [illegible] [illegible] ডেপুটী [illegible] ও একাউণ্টাণ্ট এবং [illegible] [illegible] [illegible] একাউণ্টাণ্ট জেনরলের প্রতিনিধি [illegible] কার্য্য করিবেন।

উক্ত পত্র আরো বলেন [illegible] [illegible] সেক্রেটারি এই নিয়ম করিয়াছেন যে যখন [illegible] [illegible] কোন কর্ম্মচারী ভারতবর্ষ হইতে ইউরোপ যাইবেন, তখন [illegible] নিয়ম অনুসারে পাথেয় ব্যয় পাইবেন।

স্টিমর দেয়ে

বোম্বাই হইতে	৯০০ টাকা
মাদ্রাজ হইতে	৯৩০ ঐ
কলিকাতা হইতে	৯৮০ ঐ

অন্য জাহাজ [illegible] ৮৭০ টাকা, [illegible] [illegible] বেন।

মাদ্রাজ [illegible] [illegible] বলেন একণে [illegible] [illegible] [illegible] হইয়াছে। মাদ্রাজ [illegible] [illegible] আর কখনই [illegible] নাই। [illegible] লোকেরা প্রায় একণে [illegible] [illegible] [illegible]

[illegible] গেজেট বলেন [illegible] [illegible] [illegible] [illegible] হইয়াছে। [illegible] [illegible] পদত্যাগ [illegible] [illegible] কমিসনর মেজর [illegible] [illegible] প্রতিনিধি কমিসনর হইয়াছেন।

উক্ত পত্র আরো [illegible] সুলতান [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] নির্দ্দিষ্ট [illegible] [illegible] [illegible] করিয়াছেন। [illegible] নিয়ম [illegible] [illegible] [illegible] [illegible] আহারার্থ ব্যবহৃত হইবে।

ইউরোপীয় সমাচার।

[illegible] ১৬ই ফেব্রুয়ারি [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] ও [illegible] ১০,০০০ [illegible]

[illegible] প্রস্তাব [illegible] ঐ [illegible] নির্দ্ধারিত [illegible] দেওয়া হইবে।

[illegible] ফেব্রুয়ারি—[illegible] যুদ্ধ [illegible] হইয়াছে। [illegible] পুনর্ব্বার [illegible] [illegible] আছে [illegible]। [illegible] লোকেরা [illegible] করিয়াছে এবং তাঁহার নিকট যে সমস্ত [illegible] কাগজ পত্র ছিল, [illegible] হইয়াছে। [illegible] ফেব্রুয়ারি [illegible] আক্রমণ [illegible] হইয়াছে। [illegible] ১টী কামান ও ১০০ লোক [illegible] করিয়া বন্দী করিয়াছেন। [illegible] ১৭ই ফেব্রুয়ারি [illegible] সৈন্য [illegible] [illegible] আছে।

[illegible] ২৫এ ফেব্রুয়ারি—১৯ই [illegible] আমেরিকার [illegible] হইয়াছে। [illegible] আক্রমণ [illegible] দক্ষিণ ও উত্তরাংশের লোকদিগের [illegible] জন্য [illegible] সম্বন্ধে [illegible] হইয়াছে [illegible] সেনারা [illegible] পড়িতেছে। [illegible] ৩৫০০ লোক [illegible] হইয়াছে।

[illegible] ১২ই ফেব্রুয়ারি [illegible] হইয়াছে। [illegible] [illegible] ৪ টী [illegible] দিয়াছে।

১৮ই ফেব্রুয়ারি—[illegible] আবেদন [illegible] করিয়াছেন, তাহা [illegible] বিতর্ক [illegible] আবেদন করিবার কোন কারণ [illegible] [illegible] তাঁহারা [illegible] অভিযোগ [illegible] [illegible] হইয়াছে। [illegible] দমনস [illegible] [illegible] [illegible] গবর্ণমেণ্টের [illegible] [illegible] ইউরোপীয় ও চীনের সৈন্য [illegible] [illegible] গবর্ণমেণ্টের [illegible] ১০ [illegible] [illegible] সেনারা ১১টী কামান [illegible] আর [illegible] যুদ্ধ [illegible] [illegible]।

[illegible] সকল [illegible] হইয়াছেন। [illegible] [illegible] টাকা [illegible] হইয়াছে। [illegible] [illegible] [illegible] আদায় [illegible] প্রধান [illegible] লোকেরা [illegible] উপস্থিত [illegible] [illegible] মন্ত্রী [illegible] টাকা) [illegible] চাহিয়াছেন।

[illegible] [illegible] [illegible]।

[illegible] গবর্ণমেণ্ট [illegible] [illegible] উপস্থিত [illegible] বিদ্রোহ [illegible] থাকেন।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

কালকাতানিবাসীর [illegible] [illegible] আদেশানুসারী নিয়োগ।

[illegible] মার্চ—[illegible] (এম এ) [illegible] [illegible] কালেজের [illegible] প্রতিনিধি অধ্যাপক হই-বেন।

[illegible] সাহেব [illegible] প্রতিনিধি অধ্যাপক হইবেন।

বাবু [illegible] প্রতিনিধি সহকারী অধ্যাপক হইবেন।

১০ ই মার্চ—[illegible] সাহেব [illegible] বিভাগের ভার প্রাপ্ত হইয়া ১৮৫৩ [illegible] আইনের [illegible] ক্ষমতা পাইবেন এবং ১৮৭১ [illegible] ৩৮ ধারানুসারে প্রধানতম [illegible] [illegible] প্রথম [illegible] হইবেন।

[illegible] ডেপুটী [illegible] [illegible] তৃতীয় শ্রেণীর [illegible] হইবেন।

[illegible] [illegible] [illegible] প্রতিনিধি [illegible]।

[illegible] ডেপুটী [illegible] [illegible] [illegible]।

[illegible] সাহেব [illegible] প্রতিনিধি হইবেন।

[illegible] সাহেবের [illegible] [illegible] কালেক্টরের সহকারী হইবেন এবং ১৮৬১ অব্দের ২৫ আইনের ২২ ধারা অনুসারে [illegible] ২য় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটের ক-[illegible]।

[illegible] ডেপুটি [illegible] ও ডেপুটি [illegible] বাবু যদুনাথ [illegible] তথাকার মাজিষ্ট্রেটের [illegible] করিয়াছেন।

১২ ই [illegible] [illegible] সাহেব [illegible] [illegible] হইবেন।

[illegible] সাহেব [illegible] [illegible] প্রতিনিধি হইবেন।

[illegible] থাকিবেন। [illegible] লোকের [illegible] হইবেন।

[illegible] সাহেব, বাবু [illegible] [illegible] রায় [illegible]।

১৩ ই মার্চ—ডেপুটী মাজিষ্ট্রেট ও [illegible] সাহেবের [illegible] বিভাগের ভার প্রাপ্ত হইবেন। ১৮[illegible] ১০ [illegible] ১৮৬২ [illegible] ২৫ [illegible] ৩৮ ধারানুসারে প্রধানতম [illegible] [illegible] প্রথম তত্ত্বানুসন্ধানের ক্ষমতা পাইবেন।

[illegible] বিভাগের [illegible] সাহেব বদলি হইয়া [illegible] [illegible]।

[illegible] সাহেব [illegible] লোকাল কমিটির মেম্বর হইবেন।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয়েষু।

সম্পাদক মহাশয়! এই মাটিয়ার [illegible] [illegible] বাস করে। [illegible] [illegible] এক [illegible] [illegible] একজন [illegible] [illegible] [illegible] হইয়া [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] সংখ্যা করা যায় না। [illegible] ৩০০। ৪০০ লোক [illegible] অধিকাংশই [illegible] [illegible] অনুসন্ধানের নিমিত্ত [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] কোলাহল [illegible] করিতেছে। [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] করিতেছে।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

প্রকাণ্ড কালা জুর প্রভৃতি যথাক্রমে ধূলিরূপ মূর্ত্তি ধারণ ও জলপ্রবাহে পরিণত হয়েছে। দুর্ব্বিষহ রোগ হইতে মুক্তি পাইবে মন হইতে আশ্রয় নিয়া আছি রোগী হইল। কাটা ঘায় সেবু- অসহ্য যাতনা পাইয়া বলিতে ঠাকুর আর পরিশ্রম করিবেন না। অনেক আরোগ্য লাভ করিয়াছি। কবি আরোগ্য হবির নাম নির্দ্দিষ্ট করিতে লাগিল। তাহার কাল অতিবাহিত অনুভব করিয়া যাহার যে কিঞ্চিৎ ছিল তাহা এক হস্তে অর্পণ করাতে তথায় ভাব তুল্য হইল। তখন দর্শকগণ ধ্বনি করিয়া বলিতে লাগিল যে, মধ্যে কতকগুলি রোগী উত্তমরূপ লাভ করিল, এরূপ শুনিয়া ক্রুদ্ধ প্রতিপাদ্যপুরুষের ধরাতলে ধাঁড়া পড়ি দিতে লাগিল। প্রথমতঃ অন্তঃকরণে যে কিঞ্চিৎ ঐশ্বর হইয়াছিল, তাহা কবির কৃপা দিগকে সম যথাগত দেখিয়া চিত্ত একেবারে দ্রবীভূত হইল। সম্পাদক চমৎকার ব্যাপার।

সাল নিতান্ত বশম্বদ

শ্রীজয়নারায়ণ প্রাড্বিড়

নাটোর স্কুল।

সোমপ্রকাশ সম্পাদক মহাশয় সমীপেষু।

আমি অকৃত পাপকর্ম্মের অনুতাপাই দগ্ধ হইয়া দিন কাটাইতেছি। তাহার প্রকাশিত হওয়া আলোক, পাপের অনুতাপই পাপের প্রায়শ্চিত্ত পাপ তুষানল স্বরূপ প্রশিক্ষিতের হৃদয় সর্ব্বদা দাহ করিছে প্রকাশিত হইলে প্রায়শ্চিত্ত কিঞ্চিৎ পরে নির্ব্বাণ প্রাপ্ত হয়। ... ভাব অনশিক্ষুর থাকি কিন্তু এপর্য্যন্ত উক্ত বিষয় প্রকাশ করিয়া আমি পূর্ণ করিলেম না। পরিশেষে কিঞ্চিৎ পূর্ব্বক কথঞ্চিৎ চরিত্র প্রকাশকালে প্রেরণ করিতেছি, অনুগ্রহ সোমপ্রকাশে প্রকাশ করিবেন।

... কোন প্রান্তে আমার নিবাস। পাড়ায় স্থিত ... জমীদারীতে ... নগদ টাকা ১০। ১২জন লোকের। ... সম্পত্তি। অতএব এপ্রদেশের আমার কেমন ক্ষমতা সকলেই পারিবেন। আমার প্রথম ... আমার আমি তাদৃশ সুশিক্ষিত কিঞ্চিৎ শিক্ষা প্রাপ্ত হইয়া ... স্বেচ্ছাচারিতা ও অধ্যবসায়ের অভাবে তাহা কোন কার্য্যকারী হইতেছে না প্রজার পালনের অনুতাপ দেখের কারণ হইয়াছে। যাহা হউক আমার পরিবর্ত্তে সেকেলে অশিক্ষিত। ইহারা পৈতৃক পাক। পাকা অত্যাচার গুলি হইতে একেবারে পরিত্রাণ পাইতেছে না। আমি যে কিঞ্চিৎ শিক্ষিত তাহার প্রমাণ এই আমার রাজধানীতে ... পাঠশালা ... এক বিদ্যালয় ও একটী চিকিৎসালয় প্রতিষ্ঠিত আছে, উহা কিন্তু আমার ঐশ্বর্য্য ... এবং স্বদেশের উপকার করণের জন্যও ... অনুরূপ নহে। আমার ... এই যে আমার ৺পিতা ঠাকুর কর্তৃক স্থাপিত দুই একটী বাঁধা অন্যান্য উঠাইয়া দিয়া সে যাহা হউক এখন প্রকৃত বিষয় বলা যাউক।

প্রজাগণের প্রতি সংকৃত অত্যাচারের কারণ

১। আমার অনেক প্রজা অদিশের ... কিন্তু ... নির্ব্বোধ, তাহারা আমার বিপক্ষতা ... করে না। উহা আমার অত্যাচার নিবারণ না হইবার একটী কারণ যেহেতু বাধা না পাইলে পাপাচার নিবারিত হয় না, প্রত্যুত বৃদ্ধিই পাইতে থাকে।

২। আমার কর্ম্মচারীরা সেকেলে অশিক্ষিত এবং আমলারা (এক জন ছাড়া) কর্ম্মচারী আমলা। তাহারা সর্ব্বদাই প্রজাদের উপর অত্যাচার করিয়া আমোদের পূরণের চেষ্টা করে এবং আমার স্বেচ্ছাচারিতার অভাব হেতু আপনাদের মনোরথ অনায়াসেই পূর্ণ করিয়া লয়। ইহার আর একটী কারণ এই যে তাহারা আমার পিতার আমল থেকে ঐ প্রকার করিয়া আসিতেছে। এখন আমি কিপ্রকারে নিবারণ করি। আমার মানসিক স্বেচ্ছাচারিতা এই যে হিন্দুধর্ম্মে অনাদর থাকিলেও পরিবারের অনুরোধে তাহাদের সহিত ঠাকুরদের মানার ... থাকি।

৩। আমার ধনী প্রজারা অধিকাংশই কায়স্থ ব্রাহ্মণের।

৪। আমার ভগিনীপতি প্রভৃতি আত্মীয়গণের অনুরোধে আমাকে অনেক প্রজা পীড়ন করিতে হয়। কোন কারণে বশতঃ আমি ভগিনীপতির অত্যন্ত অধীন। ধিক পরাধীনে ... কোন সময় আমার প্রজাদের দুই একটী নিদর্শন কহিলাম এই। কোন সময়ে আমার সর্ব্বপ্রধান ধনী প্রজাদিগের আমার ভয়ে আমার ... পিপাসা ... প্রদান করে, আর এক সময় আমার কোন প্রজা আমার বিরুদ্ধে কথঞ্চিৎ সাক্ষ্য প্রদান করাতে তাহার হাজার টাকা জরিমানা করা হয়, ইহা আপনারা অযথার্থ মনে করিবেন না। কিন্তু আমার অত্যন্ত নত পিতার ... আমার অত্যাচার পীড়িত কেন প্রজাই আমার নামে অভিযোগ করিতে পারে না। কারণ তাহাদের নিকট আছে, ... পারিবে না ... পরে ফিরে ... পাইবে

প্রজাদিগের প্রতি আমার কি ... অত্যাচার

১। রাজধানীর কয়েকটী বাড়ীর আমার কোন ... দেওয়া এক চেটিয়া করিয়া দেওয়া।

২। মাপের যোগ বাই প্রভৃতির বার সাহের উপর কর। টাকা এইটী প্রতিবৎসরের বর্দ্ধিত প্রথা। অধিকাংশ বাই অনেক হইলেও ... পোদ্দারী মজুর ... প্রজাদিগকে তাহা খাজনা করিয়া সম্পাদন করিতে হয়।

৩। গ্রামের উপর নির্দ্ধারিত জমা আছে, ... এখানে এক ... অধিক পাওয়া যায় না এবং সকলে তাহার বাণিজ্য করিতে পারে না।

অপর একবার একজনের অনুমতি বাহিনী নদীর সেতু নির্ম্মাণার্থ আর একবার অন্য জমীদারের নিকট হইতে তালুক খরিদের জন্য চাঁদা করিয়া ... অপর দিক হইতে অনেক অর্থ সংগৃহীত হয়। পরে অমার উমারত নির্ম্মাণে ব্যয়িত হইয়াছিল।

হায়! আমি কি নিষ্ঠুর যে এসকল অত্যাচার বলিয়া বোধ হইতেছে তাহা করিতে পারিতেছি না। তবে ভরসা এই পাঁচজনের উচিত হইলে গবর্ণমেন্টের ... আমার এ সকল অত্যাচার নিবারিত হইবে ইতি।

অকৃত পাপের অনুতাপী
কস্যচিৎ জমীদারস্য।

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

মহাশয়! সম্প্রতি এপ্রদেশমধ্যে একটী মহা হুলস্থূল উপস্থিত হইয়াছে। ... একটী জনশ্রুতি (গুজুক) উঠিয়াছে যে ... বরণ ... ত্রৈলোক্যনাথ প্রামাণিক এক ব্যক্তির একটী অতি অদ্ভুত (প্রায় তিনবৎসর হইবে) শিশু সন্তান, ... যে ... ঔষধ ... দিতেছে এবং সেই ঔষধ সেবনে ... পীড়িত প্রধান ... যে ... হইক না কেন, সেবন মাত্র তাহার ... মুক্ত হইতেছে অথচ তাহারও নিকট কিছুই লইতেছে না। ঐ ঔষধ সেবনের ব্যবস্থা, মন্ত্রীকৃত পানের সহিত ... খাওয়া। ... স্নান করা, ... এই অদ্ভুত ... প্রকাশিত ও প্রচারিত হইয়াছে তদবধি ... পার্শ্ববর্ত্তী অন্যান্য গ্রামের যাবতীয় কুসংস্কারাক্রান্ত পীড়িত জনগণ (তন্মধ্যে ইতর ভদ্র ও মধ্যবিধ পুরুষদিগের স্ত্রী লোকের সংখ্যাই অধিক) প্রাতঃকাল অবধি সন্ধ্যা পর্য্যন্ত, অবিশ্রান্ত স্রোতোবৎ হইয়া অনাহারে গমন করিতেছে। কয়েক দিবস হইল, আমরা কোন কার্য্যোপলক্ষে, ... পরে এই অদ্ভুত ... বিশেষ ... জন্য কৌতুকাবিষ্ট হইয়া ঐ স্থানে ... উপস্থিত হইয়া দেখি, গ্রামাদিকের বাটী লোকারণ্য, বাল, বৃদ্ধ, যুবক স্ত্রীলোক

…ইংরাজ, হিন্দু ও মুসলমান নানা জাতীয় নানা প্রকার লোকে বাটী পরিপূর্ণ হইয়া রহিয়াছে, তন্মধ্যে দর্শনার্থী কয়েক জন ভদ্র লোকও আসিয়াছেন। আমরা সেই মহাত্মার এক পার্শ্বে কিয়ৎক্ষণ দণ্ডায়মান হইয়া দেখিলাম, হরিদাস নামে পূর্ব্বোক্ত সেই বালকটী নবীন উৎসাহে উল্লসিত ক্রীড়া করিয়া বেড়াইতেছে; কয়েক জন বস্ত্র প্রভৃতি পাত্র ও এক জন উত্তম সাধিকা স্ত্রীলোক জুটিয়াছেন। তাঁহারা ঐ বৎসরে উক্তোলন রোগীদিগকে বিতরণ করিতেছেন দেখিয়া, পরে জিজ্ঞাসা করাতে (পূর্ব্বে শুন ছিল, বালক স্বয়ং সেই কার্য্য করিত, থাকে) শুনা গেল ক্ষণে ইহারা বালকের প্রতিনিধি হইয়া ঔষধ দিয়া থাকে, যে দিকে যাও সেই দিকে বাবা হউক, তাহারও নিকট কিছু না লইয়া সকলকেই ঔষধ দিয়া থাকে। এই কথা শুনিয়া অবধি আমাদিগের যে একটী সন্দেহ জন্মিয়াছিল, এক্ষণে তাহা একেবারে দূরীভূত হইল। দেখিলাম, উক্ত পাত্রগণ, উপস্থিত দৃঢ়বিশ্বাস ও অবিচলিতভক্তি সংযুক্ত নিম্ন শ্রেণীর লোকে নির্ব্বিশেষে যাত্রীদের নিকট হরির লুটের নামে এক একটী পয়সা লইয়া ঔষধ দিতে ছেন। কোন কোন যাত্রী বা হরির লুটের সামগ্রী আপনারাই ক্রয় করিয়া আনিয়া দিতেছে। প্রথম প্রথম দুই এক দিন এই হরির লুটের পয়সা না লওয়াই এরূপ পসার ও আশু জনগণের দৃঢ় বিশ্বাসের কারণ হইয়াছে। কি খেদকর বিষয়! আদ্যাবধি বঙ্গ ভূমিকে বীভৎস কুসংস্কারে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে।

২। মহাশয়! প্রায় তিন বৎসর কাল এই … প্রভৃতি গ্রামে যেরূপ ভয়ানক, অচিকিৎস্যনীয় জ্বর ও প্লীহাদি রোগের প্রাদুর্ভাব হইয়া … সম্প্রতি বসন্ত ঋতুর সমাগমে বায়ু পরিবর্ত্তনের সহিত তাহার কিঞ্চিৎ লাঘব হইয়াছে … ভাল)। এক্ষণে আর বড় নূতন জ্বর হইতেছে না, এই পূর্ব্ব লক্ষণ দেখিয়া অনেকে অনুমান করিতেছেন উত্তরোত্তর এপ্রদেশটী … হইতে পারিবে। অপরঞ্চ, এই দেশবাসী … অনেক পীড়াবৃন্দের মধ্যে ছাত্র সংখ্যার নিতান্ত অল্পতা হওয়াতে অত্রত্য বিদ্যালয়ের যেরূপ দুর্দশা ঘটিয়াছিল (তাহা বোধ হয় আপনার স্মরণ থাকিতে পারে, সোমপ্রকাশে একবার তদ্বিষয় কিঞ্চিৎ প্রকাশিত হইয়াছিল) এক্ষণে, তাহার অনেকাংশে অপনয়ন হইয়াছে। বিশেষতঃ শ্রীযুক্ত বাবু শ্রীশচন্দ্র বিদ্যারত্ন ও শ্রীযুক্ত বাবু … মোহন দত্ত প্রভৃতি কয়েক জন বিদ্যোৎসাহী … সদাশয় দেশহিতৈষী মহাশয়ের প্রযত্নাতিশয়ে বিদ্যালয়ের উন্নতি পথ ক্রমশঃ বিস্তৃত হইতেছে।

৩। আশ্বিনের কয়েক দিবস পর্য্যন্ত এখানে … চৌর্য্য হইয়াছিল, খাঁটুরা গোবরডাঙ্গা, ইছাপুর ও টেংরা প্রভৃতি গ্রামে এক … রাত্রিতে চুরি হইয়া গিয়া … উপদ্রবে এপ্রদেশের সমস্ত লোক কিছু … ব্যাকুলিত হইয়াছিল। কিন্তু গোবরডাঙ্গার কয়েক জন ব্রাহ্মণ … ক্র … কারখানার নিকট চুরি করিতে গিয়া ধৃত হইয়া ছয় মাসের জন্য কারাবাস দণ্ড প্রাপ্ত হওয়াতে তদবধি আর কোন উপদ্রব শুনিতে পাওয়া যায় নাই। দুঃখের বিষয় এই, উক্ত কারাগত ব্যক্তিদিগের মধ্যে এক চট্টোপাধ্যায়ের বিবাহের দিন স্থির হইয়াছিল।

খৃঃ ১৮৬৩। ১ মার্চ্চ
খাঁটুরা

বশম্বদ
শ্রীভুবনমোহন ভট্টাচার্য্য

গৃহীত।

হোমিওপাথি—সদৃশ ব্যবস্থা। (১)

সম্প্রতি সদৃশব্যবস্থা নামক এক নূতন প্রকার চিকিৎসা প্রণালী উদ্ভাবিত হইয়াছে। প্রচলিত ডাক্তারি চিকিৎসার সহিত উহার অনেক প্রভেদ, এমন কি উহার মূল নিয়ম গুলি প্রচলিত চিকিৎসা শাস্ত্রের মূল নিয়ম গুলির সম্পূর্ণ বিপরীত। প্রচলিত ডাক্তারি চিকিৎসা শাস্ত্রে বিশ্বাস থাকিলে সদৃশ ব্যবস্থা অলীক বলিতে হয়, এবং সদৃশ ব্যবস্থা সত্য বলিয়া স্বীকার করিলে প্রচলিত ডাক্তারি চিকিৎসা নিতান্ত অসারের হইয়া পড়ে। এই দুই প্রণালীর মধ্যে কোন্ প্রণালীটী প্রামাণিক তাহা বিচার করা আমাদের সাধ্য নহে, সুতরাং সদৃশ ব্যবস্থা কি প্রকার আমরা কেবল তাহাই লিখিতে প্রবৃত্ত হইয়েছি।

স্যাক্সনির অন্তর্গত ড্রেসডেন নগরের অনতি দূরে (এল্‌ব নদী যেখানে পরম্পার সম্বন্ধ হইয়াছে তাহার নিকটে) মেইসেন নামক একটী ক্ষুদ্র গ্রাম আছে। ঐ ক্ষুদ্র গ্রামটীতে দুইটী অতি বিখ্যাত বংশ বংশের উদ্ভব হয়, একটীর নাম লেসেল ও অপরটীর নাম হানিমান। লেসেল বংশের নাম সর্ব্বত্র পূজ্য হইয়াছে, এক্ষণে হানিমানের কথা লিখিত হইতেছে।

১৭৫৫ খৃঃ অব্দে স্যামুএল খ্রিষ্টিয়ান ফ্রেডরিক হানিমান মেইসেন গ্রামে জন্ম গ্রহণ করেন। তাঁহার পিতা ধনবান লোক ছিলেন না বটে কিন্তু দারিদ্র্যের সহিত তাঁহার তাদৃশ পরিচয়ও ছিল না। ড্রেসডেন নগরে যে প্রসিদ্ধ চীনের বাসন প্রস্তুত হয় তিনি সেই সকল বাসন চিত্রিত করিয়া জীবিকা নির্ব্বাহ করিতেন। এইরূপ অবস্থাপন্ন পিতার পুত্র হইয়া হানিমান কিরূপে বিদ্যাভ্যাস করিয়াছিলেন তাহা বর্ণন করা আমাদিগের অভিপ্রেত নহে সুতরাং তাঁহার বাল্যাবস্থার কথা এস্থলে একবারে পরিত্যাগ হইল। তাঁহার শিক্ষা ও জীবিকা বিষয়ে সংক্ষেপে এইমাত্র বলা যাইতেছে যে তিনি ১৭৭৫ খৃঃ অব্দে লিপ্‌জিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং তিন … সার, উপাধি লাভ, … চিকিৎসা করিয়া অবশেষে … ডাক্তার হইয়া তথায় চিকিৎসা করেন এবং অল্পকাল মধ্যে প্রধান চিকিৎসক হইয়া উঠেন।

ইহা অল্প আশ্চর্য্যের বিষয় … তৎকালে সর্ব্ব প্রধান চিকিৎসক … ও প্রশংসিত হইতে লাগিলেন … এবং চিকিৎসা শাস্ত্রের প্রতি … আরম্ভ করিলেন, ক্রমে … যুক্তি বহির্ভূত বলিয়া তাঁহার … অনন্তর হানিমান চিকিৎসা … করিলেন, মনের দুঃখে … ক্রমে দারিদ্র্য প্রভৃতি … কষ্ট আসিয়া তাঁহাকে আক্রমণ …

হানিমানের ১১ টী সন্তান … তির পক্ষে এক অধিক … নহে। বিশেষ্যে আহারের, …

প্রেমকাঙ্ক্ষিণী … র সময় তাঁহার সদ্ব্যবহার … র পীড়ন করা … ঐ দ্বিতীয় … দের উপর … কখন স্থির … ছিলেন না।

পাঠাবস্থায় হানিমান … কল … পুস্তক … দ্বারা … করিতেন … বালকের … অবসান … পাঠকবর্গ … সন্তানের … ক হইয়াছে, … চিকিৎসাশাস্ত্র … বিধান …

এক দিন কাদিতে … মধ্যে এইরূপ চিন্তার উদয় … শাস্ত্র ত অতি … অনিশ্চয়, কিন্তু … কর এরূপ … না করিয়া … বস্ত্র আমাদের … রেন, তিনি অতি … প্রতিও অনবহিত … রোগ … যন্ত্রণা দেখি … শান্তি … নাই? কি আমাদের কষ্ট … এই … রোগপ্রতিবিধানে কোন … উপায় আছে, … শাস্ত্র অপেক্ষা অবশ্যই … উপায় আছে”। এইরূপ তাঁহার মনে হইল যে … শরীরে ঔষধ সেবন করিলে …

(১) সদৃশ, রোগ, সুতরাং হোমিওপেথি শব্দের ব্যুৎপত্তিলভ্যার্থ ধরিলে “সদৃশ রোগ” এই বুঝায়। যে ঔষধ সেবন করিলে কোন রোগের সদৃশ রোগ উৎপন্ন হয় সেই ঔষধ দ্বারাই উক্ত রোগ নিবারিত হয়—যে চিকিৎসা শাস্ত্র এইরূপ বিধান করে সেই শাস্ত্রকে আমরা সদৃশ ব্যবস্থা বলিয়া উল্লেখ করিলাম।

। করিব। সুস্থ শরীরে ঔষধ তাহা দেখিলেই ঔষধের প্র...।

...নাটী ক্রমে ক্রমে তাঁহার ম- হইতে লাগিল। এক দিন কুট...ী প্রবন্ধ অনুবাদ করিতে ...য কুইনাইন জ্বরনাশক বলি হইয়াছে কিন্তু কি কারণে উহা- চলিত চিকিৎসাশাস্ত্র তদ্বিষ- । এরূপ নানা প্রকার ভাবিয়া ...ব হানিমান স্বয়ং কুইনাইন ...গিলেন। তাঁহার শরীর সুস্থ ...ইনাইনের কার্য্য কি তাহা তাঁ- ...কণ দেখিবার জন্য বাহিরে তা- ক্রমাগত কুইনাইন সেবন ক... অনন্তর এক দিন তাঁহার স্ব... কম্প, পরে উত্তাপ তৎপরে ঘর্ম্ম ...ম সেবনে জ্বরের উৎপত্তি? ...এম বহু ইহার কারণ জিজ্ঞাসা। ক'ন- ...ইয়া শেষ শুনিল তাহারাই তাঁহা ...কুতিত্ব করিতে লাগিল। কিছুই ...রতে না পারিয়া হানিমান পুনর্ব্বার কুই... দিবস খাইতে লাগিলেন, পুনর্ব্বার জ্বর। ...অনেক কুইনাইন খাওয়াইয়া দে... ...সর্ব্বত্র একরূপ হয়। অতঃপর তিনি ...লেন ...শক্তি থাকা ...নির্দ্দিষ্ট হইয়াছে। ...কারণ ভাব দেখিয়া ...নির্ণয় করা উচিত নহে বিবেচনা ...তিনি ... ঔষধ লইয়া ঐরূপ পরী-...

...যে, যেই ঔষধে যে যে রোগের জন্য ...র ব্যবহারাই সুস্থ শরীরে সেবিত ...সেই রোগের সদৃশ রোগ উৎপাদন ...করিয়া থাকেন হানিমান নিয়মনির্দ্দিষ্ট ...করে, যে বস্তু সেবন করিলে ...শরীরে কোন রোগের লক্ষণ উৎপা... ...ঐ রোগের প্রকৃত ঔষধ ...তার উৎপত্তি হইল। ...সব জীবন ... লিখিতে ...অবাং ইহার পর তাঁহার ...শিষ্য উপচিকিৎসা... ...এক স্থান হইতে তাড়া- ...ইয়াছিলেন এ সমস্ত বর্ণন ...উদ্দেশ্য নহে। আমাদের ...আবশ্যক যে ১৮৫৩ খৃঃ ...দ্বিতীয় দিবসে হানিমান ...রো ...দির মত পৃথিবীর সর্ব্বত্র ...সকল লোক দেশেই এই চিকিৎসা আরম্ভ হইয়াছে ...ইয়াছে প্রমত নহে এবং ...আদ্যোপান্ত ... তুলনা ...অতিশয় দুর্ব্বল ...কিন্তু ক্রমশঃ এই নূতন ...আসিতেছে। পাঠকবর্গ করিতে পারেন যে যদি

নূতন মত প্রামাণিক হইত তাহা হইলে প্রধান প্রধান চিকিৎসকেরা উহা অবলম্বন করেন নাই কেন? আমরা উহার প্রামাণ্যাপ্রামাণ্যের বিষয়ে কিছুই বলিতে পারি না কিন্তু ইহা বলিতে পারি যে বিদ্বান লোকেরা উহা গ্রহণ করেন নাই বলিয়াই ঐ মত অগ্রাহ্য নহে। কুসংস্কার এমনই প্রবল যে মহামহোপাধ্যায়দিগের মনোরূপ ক্ষুদ্রাক্রমা দুর্নিবারতা উক্ত রূপ মহে, অপক্ষপাতী হইয়া চিরাগত বিশ্বাসের বিপরীত মতের গুণ দোষ বিচার করিতে পারে এরূপ বিমল মন সংসারে অতি বিরল। কোন্ নূতন আবিষ্ক্রিয়া উদয়োন্মুখে সংসার মধ্যে উপহাসের আক্রমণ প্রতিরোধ করিতে সমর্থ হইয়াছে? পাঠকবর্গের কি স্মরণ হয় না যে বিদ্বান লোকেরাই এক জন প্রসিদ্ধ আবিষ্কর্তাকে বাতুলালয়ে প্রেরণ করিয়াছিলেন, রয়াল সোসাইটির সভ্যেরা ফ্রাঙ্কলিনের তড়িৎ সম্বন্ধীয় আবিষ্ক্রিয়া শুনিয়া কি হাস্য করিয়াছিলেন এবং অশ্ব সাহায্য ব্যতিরেকে কেবল বাষ্পের গুণে শকট চালিত হইবে শুনিয়া কোয়ার্টারলি রিভিউ প্রথমতঃ কিরূপ ভাব প্রকাশ করিয়াছিলেন?।

যাহা হউক এক্ষণে সদৃশ ব্যবস্থার আর দুই একটী প্রধান নিয়মের কথা উল্লেখ করা উচিত বোধ হইতেছে। নূতন সম্প্রদায়ের চিকিৎসকেরা এককালে একটী ঔষধের অধিক ব্যবস্থা করেন না, আর যে ঔষধ ব্যবস্থা করেন তাহার কার্য্যের পর্য্যবসান না দেখিলে পুনর্ব্বার ঔষধ সেবন করিতে দেন না। আমাদের ডাক্তার মহাশয়েরা যেমন ২৫ টী দ্রব্য একত্র করিয়া একটী ঔষধ প্রস্তুত করিয়া থাকেন এবং একটী ঔষধের গুণ ধরিতে না ধরিতে আবার বোতল বোতল ঔষধ গেলাইয়া দেন, সদৃশ ব্যবস্থাপকেরা সে রূপ করেন না।

সদৃশ ব্যবস্থাপকের ঔষধ অতি আশ্চর্য্য। তাঁহারা যে মাত্রায় ঔষধ ব্যবস্থা করেন তাহা শুনিলে পাঠকগণ চমৎকৃত হইবেন। যথা—বেলাডোনা, এই বস্তুর এক ফোটা টিংচর লইয়া ৯৯ ফোটা সুরাসার মিশ্রিত করিতে হয় এবং ঐ মিশ্রিত দ্রব্য একটী বোতলে রাখিয়া ৫০ বার নাড়িতে হয় তাহা হইলে প্রথম তারল্যপাদন হয়। ঐ এক ফোটা প্রথম তারল্যাপন্ন পদার্থ লইয়া, পুনর্ব্বার ৯৯ ফোটা সুরাসারের সহিত মিশ্রিত করিলে দ্বিতীয় তারল্যাপাদন হয়। এইরূপে ত্রিশত্তম তারল্যাপাদন পর্য্যন্ত হইয়া থাকে। স্বর্ণ প্রভৃতি যে সকল দ্রব্য তরলভাবে স্থায়ী হয় না সেই সমস্ত দ্রব্য চূর্ণ করিয়া ঐ রূপ গুঁড়া প্রস্তুত হয়; সুতরাং সদৃশ ব্যবস্থাপকেরা যে ঔষধ দিয়া থাকেন তাহা একবিন্দু পরিষ্কৃত জল একবিন্দু ভম গুঁড়া বলিয়া সর্ব্বত্র উপহসিত হইয়া থাকে। উপহাস করা অতি সহজ কর্ম্ম, মনে করিলে সকলেই উপহাস করিতে পারেন; কিন্তু বাদ করিবার পূর্ব্বে যদি যুক্তি প্রদর্শন করা আবশ্যক হইত তাহা হইলে বোধ হয় অনেকের বাক্যস্ফূর্ত্তি হইত না (২)। আমাদের অতি সূক্ষ্ম ঔষধ খাওয়া...

(২) ... [illegible]

অভ্যাস সুতরাং ঔষধা... সেবনে কি প্রকার উপকার হইতে পারে তাহা অনুভব করা ...মানের পক্ষে নিতান্ত কঠিন হইয়া উঠে, কি... যুক্তি কোথায়? এমন কি যে ঔষধ...তে উ... কার দর্শিতে পারে না? প্রকৃত জ্ঞানী ব্যক্তি... নিকট কিছুই অসম্ভব নহে।

সদৃশ ব্যবস্থার একটী প্রধান গুণ এই যে ... অল্পব্যয়সাধ্য, রোগীকে বারবার ঔষধ খাও... হইতে হয় না, বোতল বোতল দুর্গন্ধময় দ্রব্য ... গলাধঃকরণ করিতে হয় না, এবং জোঁক বসা... ফোস্কা খোলা, বেলেস্তা বসান জোলাপ দেও... পদ্ধতি নাই। আমরা কবে ক্যান্থরাইডিসের ... হইতে পরিত্রাণ পাইব?। জোঁক, বেলেস্তা... বিবমনক দ্বারা যে কত অপকার হয় তাহা ব... না তবে এ স্থলে বর্ণন করিতে পারিলাম ... আমরা ডাক্তার মহাশয়দিগকে বিশেষ করি... অনুরোধ করিতেছি যে তাঁহারা ডাক্তার ... নিয়ারেস * কল সংযোগ অমূল্য "হোমিওপ্যাথি... নামক গ্রন্থের ত্রয়োদশ চতুর্দ্দশ ও পঞ্চদশ পৃ... চ্ছেদ পাঠ করুন; তাহা হইলে বোধ করি ... প্রাণীবধের পীড়ার সময় আমাদের প্রতি কি... করুণা প্রকাশ করিতে পারিবেন।

তত্ত্ববোধিনী পত্রিকা।

প্রাপ্ত মূল্য।

শ্রীযুক্ত বাবু লক্ষ্মীকান্ত চক্রবর্ত্তী	নলচি...
১২৬৯ চৈত্র হইতে ৭০ ভাদ্র পর্য্যন্ত	কো...
,, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়	তালক...
১২৬৯ ফাল্গুন হইতে মাঘ পর্য্যন্ত	১০ টা...
,, হরিমোহন সিংহ	কা...
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ শ্রাবণ পর্য্যন্ত	৭
রাজা কালীপ্রসন্ন দাস সরকার মহাশয়	
	মেদিনীপু...
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ মাঘ পর্য্যন্ত	১৩
ভুবনমোহন চৌধুরী	পূর্ব্ব কাছ...
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ শ্রাবণ	পর্য্যন্ত ...
ব্রজনাথ শীল	বানার...
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত	১০ টা.

...বিখ্যা সম্পাদক বলিয়াছেন যে বাবুরা, নির্ব্বো... প্রচারক এই বিলাতী উপাধির যোগ্য লইতে ... হয় তবে আমরা হানিমানকে সেই উপাধি... দিতে প্রস্তুত আছি।

এই সময় কলিকাতার ... [illegible]

সোমপ্রকাশ

সবর্ব্বনা সর্ব্বনিহিলায় পার্থিবঃ সরস্বতী শ্রুতিমহতী ন হীয়তাং। ?

৫ ভাগ।
২০ সংখ্যা।
সন ১২৬৯। ১৮ ই চৈত্র। ইং ১৮৬৩। ৩০ মার্চ্চ
মাসিক মূল্য ...
বার্ষিক অগ্রিম ১০

সোমপ্রকাশ!

১৮ই চৈত্র সোমবার।

১৮৬০ অব্দের ৪৫ আইনে (ভারত বর্ষীয় দণ্ড বিধিতে) বহুবিবাহকারির দণ্ডের যে বিধান করা হইয়াছে, তাহাতে মধ্যে মধ্যে অনেকের ভ্রম জন্মে। সম্প্রতি আমাদিগকে এক জন জিজ্ঞাসা করিয়াছেন, তাঁহা হিন্দুদিগের বিপক্ষে খাটিবে ইহার উত্তর সামান্যরূপে আমাদি কব্য এই, বহুবিবাহ নিষেধক বিধির মর্ম্ম এই, যাহাদিগের আচার ব্যবহার ও শাস্ত্রে বহুবিবাহের নিষেধ নাই, তাঁহারা বহুবিবাহ করিলে দণ্ডভাগী হইবেন না, আর যাহাদিগের শাস্ত্রাদিতে নিষেধ আছে, তাঁহারা করিলেই দণ্ডভাগী হইবেন। হিন্দু জাতির বহুবিবাহ প্রথা প্রচলিত আছে, অতএব ইঁহাদিগের নিষেধ সম্ভাবনা কি? উহা যদি দণ্ডবিধি দ্বারা নিষিদ্ধ হইত, তাহা হইলে আর এদেশীয় সমাজ সংস্কারকদিগকে বহুবিবাহের নিষেধার্থ স্বতন্ত্র প্রয়াস পাইতে হইত না। অধিক দিন অবধি এবিষয়ের চেষ্টা হইতেছে প্রশ্নকারক স্মরণ করিয়া দেখিবেন, কন্যা বিক্রয় নিষেধক একটী স্বতন্ত্র বিধি বিধান আবশ্যক বলিয়া সোমপ্রকাশে যে একটী প্রস্তাব লিখিত হয়, তাহাতে এই বিষয়ের প্রসঙ্গ করা হইয়াছিল।

উল্লিখিত দণ্ডবিধিতে যে বহুবিবাহের নিষেধ আছে, তাহা যে সকল জাতির উপরে নহে, তাহার অপর প্রমাণ এই, সম্প্রতি পারসীদিগের যে ব্যবস্থাসংগ্রহ হইতেছে, তাহাতে বহুবিবাহ নিষেধের একটী বিশেষ প্রকরণ করা হইয়াছে। সে এই—"যদি কোন পারসী পুরুষ আপনার স্ত্রীসত্ত্বে ও পারসী স্ত্রীলোক পতিসত্ত্বে বিধি বোধিত পরিত্যাগ পত্র না লইয়া অপর বিবাহ করে, তাহাকে ভারতবর্ষীয় দণ্ডবিধির নিরূপিত দণ্ডভাগী হইতে হইবে।" বহুবিবাহ নিষেধক দণ্ডবিধি যাহা রূপ হইলে এরূপ স্বতন্ত্র ... প্রয়োজন কি?

উক্ত প্রশ্নকারকের ... করা কর্ত্তব্য, যে বিষয় ... পরম্পরাগত আচার ব্যব... সিদ্ধ হইয়া আসিয়াছে ... তন্নিবারণার্থ বিশেষ বিধি ... যে সামান্য বিধি দ্বারা ... রিবেন, ইহা কোন ক্রমে ... স্বতন্ত্র প্রয়াস ... হ নাই।

২৮৬

রেজেষ্টরি ...

২৫ এ ফেব্রুয়ারির ... অধিবেশন দিবসে ইংলি... সভাবেদের রেজিষ্ট্রী... কমিটির রিপোর্ট অর্প... ৫৭ অঙ্কে মান্দ্রাজের ... ফর্ব্বস সাহেব দৃঢ় ব্যব... বিত রেজিষ্টরি সংক্রান্ত লেখা উপস্থিত করিয়াছি... ক্ট কামটি তদ্বিষয়ে রি... এখন রেজিষ্টরি সম্বা... তাহা ঐচ্ছিক এবং তদ... দিয়া সমাক নিবারণ হই... বিশেষে ইহার বৃদ্ধি ... প্রস্তাবিত আইনের ... প্রস্তাবিত আই... নির্দ্দিষ্ট হই...

...জন সাধারণ রেজিষ্টর (রেজেনরল) হইবেন। স্থানীয় গবর্ণমেণ্ট এই পদে এক জন স্বতন্ত্র ...কে নিযুক্ত করিতে অথবা রেবে... র হস্তে ঐ কার্য্যের ভার প্রদান করিতে পারিবেন। প্রত্যেক জেলায় ...দের রেজিষ্টর (ডিষ্ট্রিক্ট রেজিষ্টর) এবং তাঁহাদিগের অধীনে ছোট ...তের জজ বা অন্য কোন কর্ম্মচারী ... রেজিষ্টর হইতে পারিবেন। গবর্ণমেণ্ট অর্পর ব্যক্তিদিগকেও ... করিতে পারিবেন। প্র... এক এক জন রেজিষ্ট... যে ডেপুটি রেজিষ্টরেরা কি ... দলিল রেজিষ্টরি করিবে ... কোন দলিল রেজিষ্টরি ...দিনের মধ্যে তদ্বিষয়ে ডি... নিকটে আ... ভিন্ন ভিন্ন তালিকা আ... স্থানে সংলগ্ন থাকিবে। ... রেজিষ্টরি হইবে, কিন্তু ... প্রদর্শিত হয়, রেজিষ্ট... বাটীতে গিয়া রেজিষ্ট... বিশেষতঃ উইল, দান পত্র লইবার ক্ষমতা প্রদান করিবার কালে রেজিষ্টরে... গমন বিভ্রান্ত আবশ্য... হইলে তিন মাসের ... হইবে। কিন্তু উ... এ নিয়ম নহে। ১০০ ...লোর অস্থাবর বস্তু বিক্র... দলিল রেজিষ্টরি না ...য়ানী আদালতে গ্রাহ্য ... ও এই প্রকার মূল্যে ...বিবার ছয় সপ্তাহ পরে ... ষিত হইয়াছে, সম্পত্তি ... রেজিষ্টরের এলা... ...

র নিকটে তাহা রেজিষ্টরি করিলে চলিবে। কিন্তু এরূপ স্থলে ডেপুটি রেজিষ্টর দলিলের সকল ডিষ্ট্রিক্ট রেজিষ্টরের নিকটে প্রেরণ করিবেন, তিনি উহা নিজ পুস্তকে লিখিয়া লইয়া অন্য অন্য ডেপুটি রেজিষ্টরের (যাঁহাদিগের এলাকায় সম্পত্তির অন্য অন্য অংশ আছে, তাহাদিগের) নিকটে প্রেরণ করিবেন। রেজিষ্টরি করিবার সময়ে ক্রয় বিক্রয়াদিকারী উভয় ব্যক্তিকে উপস্থিত হইতে হইবে। যাঁহারা প্রতিনিধি দ্বারা কার্য্য করিবার ইচ্ছা করিবেন, তাঁহাদিগকে তাহার যাথার্থ্যের বিষয় ডেপুটি রেজিষ্টরের স্পষ্ট হৃদয়ঙ্গম করিয়া দিতে হইবে। গবর্ণমেণ্টের কোন দলিল রেজিষ্টরী করিতে হইলে তৎক্ষমতাপন্ন কর্ম্মচারী নিজে অথবা পত্র দ্বারা আপন সম্মতি জানাইলে রেজিষ্টরি হইতে পারিবে। যে কোন দলিল হউক, রেজিষ্টরকে ভাল রূপে জানিতে হইবে যে আবেদনকারীরা যথার্থ ক্রয় বিক্রয়াদিকারী কি না।

দলিলের কোন সাক্ষীকে উপস্থিত করিতে হইলে রেজিষ্টর তাঁহাকে পরওয়ানা দিয়া আনিতে পারিবেন। কেহ মিথ্যা সাক্ষ্য দিলে দণ্ডবিধির ১৯২ ধারানুসারে তাঁহাকে ফৌজদারিতে সমর্পণ করা হইবে। যদি দেওয়ানী আদালতে কোন দলিল জাল সপ্রমাণ হয়, তাহা হইলে ঐ আদালতকে এ বিষয়ের সংবাদ ডেপুটি রেজিষ্টরের নিকটে দিতে হইবে। তিনি নিজ পুস্তকে ঐ বিষয় লিখিয়া রাখিবেন। ১০০ টাকা পর্য্যন্তের রেজিষ্টরী খতের টাকা আদায় করিতে হইলে তদ্বিষয়ে নূতন মোকদ্দমা করিতে হইবে না। দেওয়ানী আদালতে তাহা অর্পণ করিলে আদালত তাহা ডিক্রিজারির ন্যায় প্রত্যর্থিকে এক পরওয়ানা দ্বারা অবগত করিয়া জিজ্ঞাসা করিবেক তিনি খতের অনুসারে কার্য্য ক... ...

থাকেন তিনি ঐ খত লিখিয়া দিয়াছেন তাহা হইলে এক কালে তাঁহার সম্পত্তি বিক্রীত করিয়া অথবা অন্য উপায়ে টাকা আদায় করা হইবে। যদি প্রত্যর্থী স্থান ত্যাগ করিয়া পলাইবার চেষ্টায় থাকেন, তাহা হইলে অগ্রেই তাঁহার সম্পত্তি ক্রোক করা অথবা তাঁহাকে হাজতে দেওয়া ... পারিবে। কিন্তু এরূপ স্থলে টাকা পা... হইবার এক বৎসরের মধ্যে নালীশ ক... উচিত। অর্থী যদি ইচ্ছা করেন, তাহাদি... কালের মধ্যে নালীশ করিতে পারিবেন, কিন্তু এক বৎসর অতীত হইলে উল্লিখি... রূপে মোকদ্দমার শীঘ্র নিষ্পত্তি হইবে না। উইল ও দত্তক লইবার অনুমতি ... আদি রেজিষ্টরী হইলে রেজিষ্টরের অ... ফিসে তাহা রাখিতে হইবে। রেজিষ্টর সেই সকল এরূপ বাক্স মধ্যে রাখিবেন ... তাহা অগ্নিতে বিনষ্ট না হয়। উইলকারীর মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারী আবেদন করিলে তাঁহাকে তাহার এক নকল দেওয়া হইবে। অন্য অন্য ব্যক্তিও আ... বেদন করিলে ফি দিয়া তাহার নকল ল... ইতে পারিবেন। প্রতি বৎসর কত দলিল রেজিষ্টরী হইল তাহার এক এক তালিক... আফিসের প্রকাশ্য স্থানে রাখিতে হইবে...

উপরি উক্ত রেজিষ্টরি সংক্রান্ত আইনের পাণ্ডুলেখ্যটী অনেক অংশে উৎকৃষ্ট হইয়াছে। উহার আপত্তিযোগ্য অংশগুলি সংশোধিত হইয়া বিধিবদ্ধ হইলে উহার দ্বারা সম্পূর্ণরূপে না হউক, অনেক অংশে জাল নিবারণ সম্ভাবনা আছে। জজ প্রভৃতির বিচারকার্য্য অতএব তাঁহাদিগের প্রতি রেজিষ্টরীর ভার দিলে কার্য্য সুসম্পন্ন হওয়া কঠিন। যাঁহারা ... পাতত: গবর্ণমেণ্টের কর্ম্ম করিতেছেন ... তাঁহাদিগের হস্তে না দিয়া ঐ কার্য্য স্ব... তন্ত্র কর্ম্মচারীর হস্তে দেওয়া কর্ত্তব্য। যাঁহারা দলিল রেজিষ্টরী করিতে ... তাঁহারা প্রকৃত ব্যক্তি কি না...

[illegible]হার অনুসন্ধান করিয়া রেজিষ্টরের [ক]রা কর্ত্তব্য। যে সে সাক্ষির উপরে [নি]র্ভর করিলে যাথার্থ্য নির্ণয় সন্দেহিত [হ]য়। যাবৎ সাক্ষিদোষ সংশোধিত না হইতেছে, তাবৎ তত্ত্বনির্ণয়ার্থ দুটী উপায় অবলম্বন করিতে হইবে। এক, রেজিষ্টর স্বয়ং আবেদনকারির বাসস্থানে গিয়া তত্ত্ব করেন, অথবা গ্রামের পাঁচ জন ভদ্র লোককে জিজ্ঞাসা করা হয়। রেজিষ্টরির আবেদন হইলে অন্ততঃ দুই সপ্তাহের মিয়াদ দিয়া এক পরওয়ানা আবেদনকারিদিগের বাটীতে, আফিসে, ও এক প্রকাশ্য স্থানে এটকিয়া দেওয়া কর্ত্তব্য। ঐ কালের মধ্যে যদি কেহ কোন আপত্তি না করেন, দলিল রেজিষ্টরী হইবে। কেহ আপত্তি করিলে তদ্বিষয় নিকটস্থ দেওয়ানী আদালতে মীমাংসার্থ প্রেরিত হইবে। এরূপ প্রক্রিয়াতে কিছু বিলম্ব হইবে বটে, কিন্তু এতদ্দ্বারা ভবিষ্যতের অনিষ্ট নিবারণ হইবার সবিশেষ সম্ভাবনা আছে। স্ত্রীলোক আবেদনকারী হইলে তাঁহার মোক্তারকে দায়া করিয়া উল্লিখিত প্রকারে অনুসন্ধান লইতে হইবে। বিষয় বিশেষে কমিসন নিযুক্ত করা আবশ্যক। আমাদিগের দেশীয় লোকেরা প্রায় মৃত্যুকালেই উইল করিয়া থাকেন। এই সকল উইল লইয়া ভয়ানক বিবাদ উপস্থিত হয়। এরূপ স্থলে উইল লিখিত হইবামাত্র তাহা রেজিষ্টরের নিকটে প্রেরণ করিতে হইবে। রেজিষ্টর যদি বিশ্বাসী সাক্ষী পান, তাহা হইলে আপন আফিসে তাহা রেজিষ্টরী করিয়া রাখিবেন। নচেৎ তিনি নিজে গিয়া অথবা বিশ্বস্ত লোক প্রেরণ দ্বারা তাহার অনুসন্ধান করিবেন।

রেজিষ্টরী করা গত সংকেন নালীশের বিষয়ে আমাদিগের একটী মহতী আপত্তি আছে। আইনের প্রণয়নকর্ত্তা বলেন, ডিক্রিজারির ন্যায় উহার কাজ করিলে মকদ্দমার শীঘ্র নিষ্পত্তি হইবার ও কর্ত্তাদিগের সময় বাঁচিবার সম্ভাবনা আছে। মকদ্দমার শীঘ্র নিষ্পত্তি হয়, ইহা একান্ত প্রার্থনীয়। সন্দেহ নাই কিন্তু কর্ম্মচারিগণের অবসর সাধারণ হিতের অনুরোধে বাহুল্য হইতে পারে না। বিচারপতির পরিশ্রম ও সময় সংক্ষেপ হইবে বলিয়া সাধারণকে ন্যায্য বিষয় হইতে বঞ্চিত করা বিধেয় হয় না। রেজিষ্টরী কালে যদি অনুসন্ধানকর্ত্তার দোষে রেজিষ্টরী যথার্থ না হয়, তাহা হইলে ডিক্রিজারির ন্যায় রেজিষ্টরী খত প্রভৃতির মকদ্দমা হইলে বহুতর অনর্থ ঘটিবে সন্দেহ নাই। এরূপ না করিয়া এক্ষণকার আইনের অনুসারে উক্ত রেজিষ্টরী সম্বন্ধে মকদ্দমা করাই উচিত। পরিশেষে আর একটী কথার উল্লেখ অতিশয় আবশ্যক। স্থাবর বিষয়ের ক্রয় বিক্রয়াদির দলিলের ন্যায় অস্থাবর বিষয়ের খত ও হুণ্ডির রেজিষ্টরী করাও যে অবৈধিক করা হইতেছে, ইহা যুক্তি সঙ্গত হইতেছে না। এরূপ করিলে নিত্য কর্ত্তব্য ক্রয় বিক্রয়াদি ব্যবহার কার্য্যে মহাবিঘ্ন জন্মিবে সন্দেহ নাই। আমরা স্পষ্টাক্ষরে কহিতে পারি এ আইন কোন ক্রমেই চলিত হইবে না। অতএব অস্থাবর বিষয়ে রেজিষ্টরী করিবার প্রস্তাব পরিত্যাগ করাই কর্ত্তব্য। অপর, রেজিষ্টরী ফি অতি অল্প করা আবশ্যক; অন্যথা লোকে রেজিষ্টরী করিবার বিষয়কে অত্যাচার ও অর্থোপার্জ্জনের একটা উপায় বোধ করিবে।

২৮৭

[ল]ড সাহেব ও ভারতবর্ষ।

লড সাহেব "পূর্ব্ব দেশের প্রতি ইংলণ্ডের কর্ত্তব্য" এই নাম দিয়া এক পুস্তক মুদ্রিত ও প্রচারিত করিয়াছেন। পুস্তক খানি পাঠ করিলে তাঁহার লিপি চাতুর্য্যের ভূয়সী প্রশংসা করিতে হয়। তিনি আপনার প্রকৃত অভিপ্রায়কে এরূপে আচ্ছন্ন করিয়া রাখিয়াছেন যে যাঁহারা তাঁহাকে [বি]শেষ রূপে না জানেন, তাঁহা[রা] [illegible] তাঁহার আশয়ের সাধুতা ও উদ[ারতা দর্শন] করিয়া মোহিত হইবেন সন্দেহ [নাই।] [illegible] আপনার অপক্ষপাতিতা জ্ঞাপন প্র[illegible]

এক্ষণে গ্রন্থের উপক্রম ও উপসং[হার] [illegible] করিয়াছেন যে তাঁহার পরিচিত [illegible] তদ্দর্শনে নিতান্ত বিস্মিত হইবে[ন।] তাঁহার গ্রন্থের আদি অন্ত ও [মধ্য] স্থানে পাঠ করিলে, সেইখানেই বো[ধ হইবে] যে, ষ্টেট সেক্রেটারি সর চার্লস উ[ড]কে আক্রমণ করা ও শ্রীবৃদ্ধিকারিদলের [প্রতি] [illegible] হতা করা তাঁহার গ্রন্থ প্রচারের [উ]দ্দেশ্য। প্রথমে তিনি ইংরাজ[দি]গের উক্ত জাতিকে মহা আর্য্য[বংশের] শাখা ও পৃথিবীর মধ্যে স[র্ব্বোৎকৃষ্ট] পাইবার যোগ্য বলিয়া বর্ণ[না] করিয়াছেন রাজা দিনকর রাও, সা[লার জঙ্গ] ও দেবনারায়ণ সিংহের প্রশংসা [করিয়া]ছেন। তাঁহার প্রশংসার বিষয় [illegible] হোলকর সিন্ধিয়ার সমীভূত হইয়া[ছে] [illegible] হরকরা ও ফ্রেণ্ড অব ইণ্ডিয়ার [illegible] এ কথা বলেন না যে ভারতবর্ষ [illegible] কখন উন্নতি হইবে না। বরং [illegible] মুক্তকণ্ঠে স্বীকার করিয়াছেন [illegible] শীঘ্র সেই পুরাতন উন্নত [illegible] প্রাপ্ত হইতে পারিবেন। এই [illegible] বিষয়ের হইবার জন্য তাঁহার মতে দু[ইটী] [illegible], শান্তি সবিশেষ আবশ্যকতা আছে। [illegible] তিনি দ্বিতীয় সুখাসিন্ধু। শান্তির বি[ষয়ে বলিয়া]ছেন যে এই অভিপ্রায় প্রকাশ করি রাজগণের লার্ড ডেলহৌসি ভারতবর্ষীয় স্বাধীন ক[তক] রাজ্য গ্রহণ করিয়া শান্তির মূল [উৎ]পাটী [ক]রিয়া গিয়াছেন। তাঁহার এই দুই অংশের কতদূর যুক্তিসিদ্ধ, তাহা ১৮৫৭র বাঙ্গাই বিদ্রোহ ও নিরপেক্ষ ইংরাজদিগের [illegible] বাহুল্য পরিমাণে সপ্রমাণ করিতেছে[ন]। যদি কোন দস্যু আপনার [illegible] বাসিগণের সর্ব্বস্ব হরণ করিয়া [illegible] পরিত্যাগ করিয়া সাধুতা অব[illegible]

তাঁহার সেই সাধুতা যেরূপ প্রশংসনীয় হয়, অন্যো রাজ্য হরণ করিয়া আপনার রাজ্যের শক্তি স্থাপন বিষয়ক লর্ড ডেল হৌসির ম ও লেঙ সাহেবের অনুমোদন সেইরূপ নিন্দনীয় ও প্রশংসনীয় সন্দেহ নাই।

লেঙ সাহেব ভারতবর্ষে আগত বর্শাসন, শুল্ক বিল, ও পতিত ভূমি বিক্রয় ... কর বিষয়ে যে যে অভিপ্রায় প্রকাশ ... করেন, তাহার পুনরুল্লেখ পুনরু ... । পাঠকগণ তত্তৎ বিষয় বক্তব্য ... সোমপ্রকাশে আন্দোলিত দর্শন ... ও ঐ সকল বিষয়ে লেঙ সাহেব ... বংশে ... ভাব, সেই একই যুক্তি ... দৃষ্ট হইতেছে। বিশেষের ... দ ... ন্দ ... করিয়াছেন, ... ছাড়িয়া শাসন বিল বলেন ... যহ ... তা করিয়া প্রতিজ্ঞা ... সা ... এ বাক্যের অনুসরণ ... এই ... হইয়াছে, অতএব তদ্বারা ... বাগ ... বিফল।

তার নিমিত্ত ... শ্রীবৃদ্ধিকারিদলের মহাম করিয়াছেন, যে প্রস্তাবিত প্রভু প্রচার ... কি ... বলেন তাহার অপর প্রমাণ এই, রোপীয়দিগে" অদ্ভুত রাজপুরুষেরা নাই, তাঁহারা মতের প্রাবল্য ও প্রাধান্য মনে করেন ক্ষীণবল; পাছে এতদ্দেশীয়েরা করিয়াছেন, তাঁহাদিগের প্রতি পক্ষপাত গেম বিষয় য এই ভয়ে গবর্ণমেণ্ট তাঁহাদি কিন্তু আমরা ... বিবেচনা করেন না। হাদিগের তা দেখিতে পাই, গবর্ণমেণ্ট তাঁ দের উন্নতিক্রিয়ায় অনেক সময় এতদ্দেশীয়দি বিরোধী আচরণ করেন।

অনরেবল ... মিউনিসিপাল বিল।

... দেশীয় ... আসলি ইডেন সাহেব ... রিক্তার ... ব্যবস্থাপক সভায় কলিকাতার ... সি পাল ... ও শোভাদি বর্দ্ধনার্থ মিউ ... পেল ... বিলের যে প্রস্তাব করেন, তাহা ... ইন্ড হস্তে সমর্পিত হইয়াছে।

সিলেক্ট কমিটি তাহা প্রকাশিত করিয়া সাধারণের মত গ্রহণার্থী হইয়াছেন। আমরা পূর্ব্বে ঐ বিলের সারমর্ম পাঠকগণের গোচর করিয়াছি। অদ্য এ বিষয়ে আমাদিগের যে যে বক্তব্য আছে, ব্যক্ত করা যাইতেছে। ব্যবস্থাপক সভা অবৈতনিক মাজিষ্ট্রেট দিগকে নগরের মিউনিসিপাল কার্য্যে নিযুক্ত করিবার প্রস্তাব করিয়াছেন, কিন্তু ইহা আমাদিগের অনুমোদিত হইতেছে না। নগরের ধনী লোকেরাই এক্ষণে অবৈতনিক মাজিষ্ট্রেট পদে প্রতিষ্ঠিত আছেন, মধ্যম শ্রেণীর প্রায় কেহই নাই। কিন্তু মধ্যম শ্রেণী তন্মধ্যে না থাকিলে যথাবিধি কার্য্য সম্পন্ন ও উত্তর উন্নতি হইবার সম্ভাবনা অতি অল্প। ধনী ব্যক্তিরা প্রথম শ্রেণীর লোক, তাহারা মধ্যম ও ক্ষুদ্র শ্রেণীর অবস্থা সম্যক অবগত নহেন। কর নিরূপণাদি কালে তাহাদিগের হইতে ব্যতিক্রম ঘটিবার অসম্ভাবনা নাই। অপর, ইংলণ্ডীয় গবর্ণমেণ্ট ও মহাসভা বারম্বার বলিয়া আসিতেছেন ক্রমে এদেশে ইংলণ্ডের ন্যায় স্বাধীন শাসন প্রণালী প্রবর্ত্তিত করা হইবে। তাহা করিতে হইলে অগ্রে মিউনিসিপাল সম্বন্ধে স্বাধীনতা প্রদান এবং মধ্যম শ্রেণীকে তাহার অন্তর্নিবেশিত করা আবশ্যক, অন্যথা ইষ্টসিদ্ধি হওয়া সম্ভাবিত নয়। ইউরোপের যাবতীয় প্রদেশে প্রথমে বর্গরদিগের (মধ্যম শ্রেণীর) স্বাধীনতা হয়। সেই স্বাধীনতা কোন যথেচ্ছাচারী রাজাও অদ্যাপি হরণ করিতে পারেন নাই। কলিকাতায়ও অগ্রে সেইরূপ স্বাধীনতা দেওয়া কর্ত্তব্য।

গবর্ণমেণ্ট স্বয়ং মিউনিসিপাল সভার সভ্য নিয়োগ ভার গ্রহণ করিতেছেন, কিন্তু আমাদিগের নিকটে একার্য্যটী যুক্তিসিদ্ধ বলিয়া প্রতীয়মান হইতেছে না, নগরবাসিদিগের হস্তেই এ ভার দেওয়া বিধেয় ... । ... ক্ষুদ্র ... মেপোলিয়ন এত যে ক্ষমতাপ্রিয়, তিনিও নগরবাসিদিগের ঐ ক্ষমতার প্রতি হস্তক্ষেপ করেন নাই। বিলের যে অংশে সামান্য পাইকেড়দিগের সম্মতি পত্র লইবার বিধি করা হইতেছে, তাহা আমাদিগের মতে উত্তম কল্প বলিয়া বোধ হইতেছে না। অনেক দরিদ্র কৃষক মধ্যে মধ্যে তরকারী প্রভৃতি আনিয়া নগরে বিক্রয় করে, তাহাদিগের উপর কর ধার্য্য করা নিষ্ঠুরতা সন্দেহ নাই। যাহারা চিরস্থায়ী ব্যবসায়ী আর যাহারা অন্ততঃ প্রতিবৎসর ... টাকা উপার্জ্জন করে, তদতিরিক্ত অন্য কোন ক্ষুদ্র ব্যবসায়ীর নিকটে কর লওয়া উচিত নহে। গাড়ী প্রভৃতির করের বিষয়ে আমাদিগের কোন আপত্তি নাই। কিন্তু জষ্টিস (বিচারপতি) দিগের অশ্বগাড়ির কর গ্রহ হইতে মুক্ত করা হইতেছে কেন? যখন গবর্ণরজেনরল নিজে ইনকম টাক্স দিতেছেন, তখন অন্য ব্যক্তির ... ধারণ কর হইতে মুক্ত হওয়া বিধেয় ... না।

যে পরিমাণে বাটীর কর গ্রহণ প্রস্তাব করা হইয়াছে তাহা কিছু অধিক বোধ হইতেছে। ইহাতে দরিদ্র লোকদিগের বিশেষ কষ্ট হইবার সম্ভাবনা আছে। ... তীর প্রকাশ্য রাস্তার পয়ঃপ্রণালী ... রাস্তার জল নির্গমের উপায় করা অতিশয় আবশ্যক। এক্ষণে রাজধানীর অবস্থা ... ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে। সম্প্রতি ... লিক ... পয়ঃপ্রণালী আরম্ভ হইয়াছে, তাহা সহজে সম্পন্ন হওয়া কঠিন। অতএব এ প্রয়াস পরিত্যাগ করিয়া ... দিনে দুইবার ভিস্তি দ্বারা নগর পরিষ্কার করান হয় এবং রাস্তার দুই ধারে পয়ঃপ্রণালী করিয়া যথাবিধি রথ্যার সংস্কার করা হয় এবং স্থানে স্থানে ... খনন করিয়া নগরবাসিদিগের বিমল ... লাভের উপায় করা হয়, অল্প ব্যয়ে কলিকাতা অধিকতর স্বাস্থ্যকর হইয়া উঠিবে সন্দেহ নাই।

জুয়াখেলা।

ইহুদিদিগের একটী গল্প আছে, শয়তান এক মেষশাবক, সিংহ ও শূকর বধ করিয়া তাহাদের শোণিত মিশ্রিত করাতে দ্রাক্ষাবৃক্ষ ও মদের সৃষ্টি হয়। ইহার তাৎপর্য্য এই, লোকে মদ্য পান করিলে প্রথমে শিশুর ন্যায় নম্র থাকে, সুরাপান করিতে করিতে সিংহের ন্যায় চঞ্চল হয়, পরিশেষে শূকরের ন্যায় নীচ প্রবৃত্তি হয়। কিন্তু এই অনর্থকর সুরা সেবন অপেক্ষাও আর একটী অধিকতর অনিষ্টকর বিষয় আছে, লোকে অল্প কাল মধ্যে সর্ব্বস্বান্ত হয়। সে বিষয়টী—জুয়াখেলা। এই খেলার কবে সৃষ্টি হয়, তাহার নির্ণয় হয় নাই, কিন্তু সর্ব্বকালে লোকে এতন্মূলক অনিষ্ট নিবন্ধন আক্ষেপ করিয়া আসিতেছেন। এদেশে সুরাপানের সহিত এই ভয়ানক ক্রীড়ার সবিশেষ প্রাদুর্ভাব হইতেছে। মধ্যে কয়েক বৎসর পুলিসের এ বিষয়ে কিছু দৃষ্টি হওয়াতে ইহার কতক নিবারণ হইয়াছিল। কিন্তু এক্ষণে ইহা পুনর্ব্বার পূর্ব্বরূপ ধারণ করিতেছে।

জুয়াখেলা নানা অবয়বে বিভক্ত। প্রেমারা, জুপন, (১) চাপু, চামড়া, ও পেজিঙ্গুহ। কলিকাতার যাবতীয় চণ্ডুর দোকানে এবং অধিকাংশ চীনের বাটীতে জুপন, চাপু, ও চামড়ার খেলা হয়। চীনেরা অত্যন্ত দ্যূতাসক্ত। অহিফেনের ধূম পান ও দ্যূতক্রীড়া ইহাদিগের জীবনের প্রধান উদ্দেশ্য বলিলে হয়। ইহাদিগের রক্ষিত চণ্ডুর দোকানে রাজ্যের জুয়া চোর, গাঁইটকাটা কয়েদ খালাসী, ডাকাইত প্রভৃতি একত্রিত হয়। ইহারা অতিশয় ধূর্ত্ত, প্রথমে ঐ সকল ব্যক্তিকে গুলি ও চণ্ডুতে মত্ত করিয়া পরিশেষে তাহাদিগের সর্ব্বস্ব হরে। উক্ত জুয়া চোর চীনদিগের এমনি ঐক্য, যে এক চণ্ডু বিক্রেতার দোকানে হত্যাকাণ্ড হইলেও অন্য ব্যক্তি তাহা প্রকাশ করে না, সুতরাং পুলিসের চক্ষের উপর ও রাজধানীর বক্ষঃস্থলে থাকিয়াও ইহারা অনায়াসে ভয়ানক ব্যবসায় চালাইয়া সমাজের মহা অনিষ্ট সাধন করিতেছে। কলিকাতা ও মফস্বলের প্রায় যাবতীয় গুলির আড্ডা ও গুড়ির দোকানে প্রেমারার প্রাদুর্ভাব আছে। এতদ্ভিন্ন অনেক ভদ্রলোকের বাটীতেও এই ক্রীড়া হইয়া থাকে। ২৪ পরগণা ও হুগলীতে প্রেমারা খেলার সংখ্যা অধিক। সচরাচর প্রতি রবিবারে এবং যাবতীয় পর্ব্ব, বিশেষতঃ শিবরাত্রি, চড়ক, রথ ও পূজার সময়ে ঐ ক্রীড়ার সবিশেষ প্রাদুর্ভাব হয়।

কিয়দ্দিবস হইল ২৪ পরগণার অন্তঃপাতি আগড়পাড়া জুপনের নিমিত্ত খ্যাতি লাভ করিয়াছে। এই স্থানে বিস্তর মাতাল গুলিখোর ও জুয়াচোরের বসতি। ইহাদিগের জীবিকা নির্ব্বাহ, বিশেষতঃ ইন্দ্রিয় সেবার অন্য কোন উপায় না থাকাতে ইহারা ঐ ক্রীড়াতে নিতান্ত আসক্ত হইয়া কাল হরণ করিতেছে। চতুষ্পার্শ্ববর্ত্তি গ্রামের যত লম্পট লোক ঐ আড্ডায় আসিয়া থাকে। টালিগঞ্জ ও রসাপাগলায় এই খেলার আড্ডা। মুসলমানদিগের মধ্যে যাহারা ধূর্ত্ত, তাহারা এই খেলা করিয়া থাকে।

সিদ্ধ থাকে। [illegible] ৫০০।৭০ টাকা [illegible] হয়। অথচ নিকটে [illegible] দিগের [illegible] সারণ আছে!

আমরা আগড়পাড়া [illegible] যত বর্ণন করিলাম [illegible] বিষয়ে ২৪ পরগণার [illegible] গড়প্ত ছাড় হইয়াছে। পুলিস [illegible] হইত, এক্ষণে তাহা [illegible] এত বৃদ্ধি হইতেছে। [illegible] তার পুলিসে জুয়াখেলা [illegible] বটে, কিন্তু দ্যূতাসক্ত [illegible] কিঞ্চিৎ জরিমানা দিয়া নিষ্কৃতি [illegible] সামান্য দণ্ড দ্বারা এই [illegible] সম্ভাবনা নাই। যাহারা [illegible] হাদিগের এবং যাহার বাটীতে [illegible] হার কারাবাস দণ্ড বিধান [illegible] কারী অপেক্ষা বাটীর অধিকারীর [illegible] দোষ। তাহার প্রশ্রয়েই উহারা [illegible] থাকে। চোর অপেক্ষা চোরের [illegible] কারীর ন্যায় জুয়াখেলা [illegible] দিগের অধিকতর দণ্ড [illegible] ২৪ পরগণার মাজিষ্ট্রেট [illegible] দিগের অনুরোধ এই, তিনি [illegible] দিগে দৃষ্টিপাত করিয়া [illegible] চিত দণ্ড দেন। এক্ষণে আবগারি [illegible] মাদিগের সমাজের বহুতর অনিষ্ট করিতেছে, জুয়াখেলা যদি আর [illegible] প্রশ্রয় পায় তাহা হইলে ও [illegible]

২১৩

বোম্বাইয়ের পারসীগণের

মিলিত ৬ জন [illegible]

স [illegible]

আজি কালি বোম্বাইয়ে পারসীরা কেবল ভারতবর্ষে নয়, ইউরোপ ও অন্যান্য দেশেও বিলক্ষণ খ্যাতি ও প্রতিপত্তি লাভ করিয়াছেন। প্রায় যাবতীয় বিষয়ে তাঁহাদিগের দৈনন্দিন শ্রীবৃদ্ধি দৃষ্টিগোচর হইতেছে, বিশেষতঃ বাণিজ্যাদি কর্ম্মে

---

(১) জুপন খেলায় একটী কাষ্ঠের ঘুটি আছে, তাহা ঘুরাইয়া এক সরায় নিক্ষেপ করা হয়, কোন বিশেষ [illegible] উপরে থাকিলে ক্রীড়াকারীর জিত হয়। [illegible] জয় হয়। চাপুতে [illegible] সম্মুকের ন্যায় ইহার কতক [illegible] ইলে। ইহাতে বিশেষ [illegible] আর আছে। এইনিমিত্ত চীনেরা [illegible] ন্য আগে প্রতিদ্বন্দ্বিকে [illegible] ত করে। চামড়ার খেলা [illegible] সর্পক্রীড়ার ন্যায় হয়, [illegible] যে ব্যক্তি অঙ্গুলি না [illegible] তাহার জয় হয়। প্রেমারার [illegible] অনেকে জানেন। ধেকিফাক [illegible] তাস খেলার ক্রীড়া, ইহাতে ১০৫ কখন কখন [illegible] থাকে। কলিকাতার [illegible]

...য়ে তাঁহারা ভারতবর্ষের অপর প্রদেশ ...সিদিগকে শ্রেষ্ঠ করিয়াছেন। কিন্তু আশ্চর্য্য এতদ্ভারতবর্ষের অন্য অন্য প্রদেশবাসি... ন্যায় ইহাদিগের কি আচার ব্যবহার কি ক্রিয়াদি কোন বিষয়েই নির্দ্দিষ্ট ব্যবস্থা পদ্ধতি নাই। এজন্য এক একটি বিষয়ে অনেক বিশৃঙ্খলা ...তেছে; ...ইহাদের প্রধান ও প্রবল বা... ...কদিগের জন্য এতদ্বর্ষই ব্যবস্থা পদ্ধতির লাভিন্ডিয়া মধ্যে থাকে। একদল বাসি... ...সিদিগের প্রায় ...ক্য হয় যাহারমতঃ নিরূপিত ব্যবস্থা পদ্ধতি বদি চলে সংসার যাত্রা নির্ব্বাহ ... হয় সন্দেহ নাই। এই সক... তাঁহাদিগের ব্যবস্থাপদ্ধতি সংগ্র... ...শেষ যত্ন হয়। সম্প্রতি তাহা সং... হইয়াছে। এক বৎসরেরও অধিক ... তাঁহাদিগের আবেদনানুসারে এক ...দের নিযুক্ত হন। তাঁহারা এই আই... প্রস্তুত করিয়াছেন। বিবাহ, উত্তরাধি... প্রভৃতি কয়েকটি বিষয়ে তাঁহাদিগের ... নিয়ম হইয়াছে। কোন ব্যক্তি প... ...কে অনুমতি ব্যতিরেকে এক স্ত্রী ...ক্ত করিয়া অপর স্ত্রীর পাণি গ্রহণ করিতে পারিবেন না এরূপ স্ত্রীলোকে ...ধ পূর্ব্বপতিকে পরিত্যাগ করিয়া পত্যন্তর গ্রহণ করিতে পারিবেন না। পারসী ...দিগের মধ্যে আমাদিগের পুনরায় হস্ত... ...ক্ষেপ করিবার ইচ্ছা রহিল।

এতদ্দেশীয়দিগের অধিকতর বলকায় হইবার উপায়।

নিরামিষ ভোজন পক্ষ ব্যক্তিরা বলিয়া থাকেন শরীরের পুষ্টি বর্দ্ধন ও বল সাধনার্থ যে সকল পদার্থ আবশ্যক, তাহা যখন ফল মূলাদি উদ্ভিজ্জ দ্রব্য মধ্যে পর্য্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তখন নিরামিষ ভোজন দ্বারা ...ক্ষা হওয়া কোন ক্রমেই অসঙ্গত নহে। ...ই তাঁহারা স্বমতের প্রামাণ্যার্থ নিম্ন লিখিত উদাহরণ গুলি প্রদর্শন করেন। প্রথম, নিরামিষ ভোজী হিন্দুস্থানিরা মৎস্যাহারী বাঙ্গালীদিগের অপেক্ষায় অধিক বলবান। দ্বিতীয়, আয়র্লণ্ড দ্বীপের প্রজোপজীবী লোকেরা কেবল গোলআলু আহার করিয়া থাকে, অথচ তাহারা যেরূপ বলবান ও অঙ্গ... সৌষ্ঠবে প্রসিদ্ধ আছে। তৃতীয়, স্পেন দেশীয় গেলিগো নামক নিরামিষ ভোজী লোকেরা ও স্মার্ণা নগরের শস্যাহারী ভার বাহকেরা এ প্রকার বলবান যে তাহারা সচরাচর সাত মণ ভার বহন করে, এবং ১০।১১ মণও বহিতে পারে ইত্যাদি। ভিন্ন ভিন্ন দেশবাসিদিগের শারীরিক ও মানসিক শক্তি বৈলক্ষণ্য এবং মাংস ও উদ্ভিজ্জে ধাতু পোষক ও পুষ্টিকর ফাইব্রিণ নামক পদার্থের স্থিতি বিষয়ে পূর্ব্বে যে প্রমাণ প্রয়োগ প্রদর্শন করা হইয়াছে, তাহা যদিও নিরামিষভোজন সপক্ষদিগের মতের খণ্ডনীয়তা বিষয়ে পর্য্যাপ্ত হইয়াছে তথাপি আমরা অদ্য এবিষয়ে অন্য অন্য প্রমাণ প্রদর্শনেও প্রবৃত্ত হইলাম।

রসায়ন বিদ্যা দ্বারা নিঃসন্দিগ্ধরূপে প্রতিপন্ন হইয়াছে যে শস্য যবাদি অপেক্ষা মাংসে শোণিত বৃদ্ধিকারি ও মাংসপেশীদৃঢ়তাকারি "ফাইব্রিণ" প্রায় সাত গুণ অধিক আছে। এক পোয়া মাংস ভক্ষণ করিলে যে পরিমাণে রক্ত বৃদ্ধি হইবে, সেই পরিমাণে রক্ত বৃদ্ধির জন্য প্রায় একসের তিনপোয়া উদ্ভিজ্জ বস্তু আহার করা আবশ্যক। এতদ্দেশীয়েরা কি সচরাচর এই পরিমাণে উদ্ভিদ আহার করিয়া থাকেন? না, করিতে সমর্থ হন? আহার করিলেও কি এক পোয়া মাংস যে সময় মধ্যে পরিপাক হয়, সেই সময় মধ্যে একসের তিনপোয়া শস্যাদি পরিপাক হয়? বস্তুতঃ মাংস ও উদ্ভিদে যেরূপ তারতম্য দৃষ্ট হয় তাহাতে মাংসকে পক্ক ও উদ্ভিদকে আমাহার বলিলে অত্যুক্তি হয় না। একপোয়া মাংসে যে সার ভাগ আছে, এবং তাহা ভক্ষণ করিয়া যে বল বীর্য্যাদি গুণ লাভ হয়, তাহার জন্য এতদ্দেশীয়দিগকে একসের তিনপোয়া শস্যাদি উদরস্থ করিতে হয়। (১) পূর্ব্বে উল্লিখিত হই... যাছে যে শস্যাহারী হিন্দুস্থানিরা ম... ...স্যাহারী (২) বাঙ্গালীদিগের অপেক্ষা... অধিকতর ...ন হয়। ইহার উত্তরদান স্থলে আমাদিগের জিজ্ঞাস্য এই, বাঙ্গালীরা অ... না অমৃতসর লাহোর প্রভৃতি স্থানে অধি... দিন বাস করিলে ও কলিকাতার বাজা... সদৃশ দুর্ব্বল এবং দুষ্ট হয়? অযোধ্যা কাশ... লাহোর প্রভৃতি প্রদেশের লোকেরা কলিকা... তায় দীর্ঘকাল বাস করিয়া কি আপনাদিগে... শরীরের দুর্ব্বলতর অবস্থা স্মরণ করিয়া দুঃখি... হন না? এতদ্দ্বারা স্পষ্ট প্রতীয়মান হইতে... যে হিন্দুস্থান আয়র্লণ্ড ও স্পেনদেশবাসি... আপনাদিগের দেশের জল বায়ু ও মৃত্তিকা... দি গুণে বলিষ্ঠকায় হয় (৩)। হিন্দুস্থানি... দেশের গুণে স্বভাবতঃ বলবান হন বটে কি... তাঁহারা যদি মাংসাহারে রত হন তাহা হই... লে এক্ষণের অপেক্ষা অধিকতর বলবান সা... সিক ও উদ্যমশালী হইবেন সন্দেহ নাই। অ... মাদিগের বিলক্ষণ রূপ জানা আছে যে যে... ব্যক্তি কলিকাতা হইতে উত্তর পশ্চিমাঞ্চ... গমন করিয়া থাকেন তাঁহাদিগের মধ্যে ... হারা মাংস আহার করেন তাঁহারা নিরামি... ভোজী প্রবাসি... অপেক্ষা অধিকতর বল... বীর্য্য বিশিষ্ট হন।

নিরামিষ ভোজন সপক্ষেরা বলেন মাং... ভক্ষণ করিলে শরীর শীঘ্র ক্ষয় প্রাপ্ত হইতে... থাকে, এ কারণ তাহা পূরণ করিবার নিমিত্ত... মাংসাশীদিগকে পুনঃ পুনঃ আহার করিতে... হয়। এবাক্যটী অত্যন্ত বিরুদ্ধ বলিয়া বো... হইতেছে। ইতিহাসে কহিতেছে প্রচুর পরি... মাণে মাংসাশী এস্কুইমো জাতি এক সা... কাল অনশন করিয়া জীবন ধারণ করিতে...

(১) কিন্তু গওরাদি বৃহৎকায় পশুরা এ... জন্য প্রচুর পরিমিত উদ্ভিদ দ্রব্য ভক্ষণ করি... নিজ নিজ দীর্ঘকায় সবল রাখিতে সমর্থ হয়...

(২) মৎস্য মাংসের তুল্য পুষ্টিকর কিম্বা উ... সাধক নহে। তাহাতে বাঙ্গালীদিগের মধ্যে য... না খাইবার যে রীতি প্রচলিত আছে তাহা... অত্যন্ত উপকার লাভের সম্ভাবনা। উইল... ডিক্সমারি অব ডমেষ্টিক মেডিসিন নামক পুস্ত... দেখিবেন।

(৩) এই কারণবশতঃ আমলাণ্ড প্রভৃতি ... ...ন্য শীতলদেশবাসিরা বলবীর্য্য বিশিষ্ট ...

[illegible]রে। [illegible] মাংসাশী জন্তু [illegible] প্রতিদিন পুনঃ পুনঃ মাংস পায় না অথচ [illegible] সবলকায় থাকে। উদ্ভিদ ভোজী অপেক্ষা মাংসাশী যে অধিকতর পরিশ্রম করিতে পারেন, তাহা অনেকেই অবগত আছে

মাংসভোজী এক ব্যক্তি এক ঘণ্টাকাল [illegible] যেরূপ উৎসাহ সহকারে পরিশ্রম করিয়া থাকে, নিরামিষ ভোজী এক ব্যক্তি সেরূপ [illegible] করিতে পারে না (৪)। নিরামিষ ভোজী অপেক্ষা আমিষ ভোজী অধিক সত্তা ও পরিশ্রম সহকারে কার্য্য করে বলিয়া শীঘ্র শীঘ্র তাহার শরীর ক্ষয় হইয়া থাকে। কিন্তু তাহার শরীর এ প্রকারে ক্ষয় হওয়াতে জনসমাজের অধিকতর মঙ্গলই হইতেছে। শরীর যেমন ক্ষয় হইতেছে, আহার দ্বারা তেমন পুনঃ পুনঃ তাহার পূরণ হইতেছে অথচ জগতের অধিক পরিমিত কার্য্য সম্পাদিত হইতেছে বস্তুতঃ মাংসভোজী দ্বারা জগতের উন্নতি সাধিত হইয়াছে সন্দেহ নাই

নিরামিষ ভোজিরা বলিয়া থাকেন আমিষ ভোজন করিলে শরীর কলুষ হইয়া নানা প্রকার রোগ উৎপন্ন হয়। তাঁহারা ইহার এই উদাহরণ দেন যে " এতদ্দেশীয় হিন্দুদিগের অপেক্ষা মুসলমানদিগের মধ্যে অধিকসংখ্য লোক কুষ্ঠ, [illegible] আক্রান্ত হয়, তাঁহারা বলেন মাংস ভক্ষণ তাহার [illegible] কারণ। একথা শুনিয়া মাংসাশী ব্যক্তি [illegible] বিস্ময়াপন্ন হন না। কারণ তাঁহারা জানেন [illegible] মাংসাহারে রোগ জন্মে (৫) [illegible] অধিক পরিমাণে সেই [illegible] মাংস ভোজন করে।

নিরামিষ ভোজিরা আর একটী কথা বলে [illegible] যে মদের আকার ও [illegible] দীর্ঘতা প্রভৃতি [illegible] উদ্ভিদ-ভোজী [illegible] সহিত মনুষ্যের সাদৃশ্য আছে কিন্তু মাংসাশী পশুদিগের [illegible] সাদৃশ্য নাই।

এবিষয়ে লাওমার সাহেব বলেন যে পশুদিগের ন্যায় মানুষের আম মাংস আহার পথ্য নয়, তাহারা অগ্নি সংযোগে পাক করিয়া মাংস ভক্ষণ করিবে ইহা যখন স্থির হইতেছে, তখন আর উক্ত আপত্তির মূল কোথায় (৬)। পাঠকগণ যদি [illegible] সিস নামক গ্রন্থ পাঠ করেন উক্ত আপত্তির অধিকতর সন্তোষকর উত্তর পাইতে পারিবেন। [illegible] সাহেব লিখিয়াছেন যে মনুষ্যের অন্ত্র মাংসাশী পশুর অপেক্ষা দীর্ঘ ও নিরামিষ ভোজি পশুর অপেক্ষা হ্রস্ব বলিয়াই মনুষ্য আমিষ ও নিরামিষ উভয় পদার্থ ভোজী জীব বলিয়া স্থিরীকৃত হইতেছে।

শস্য ও ফল মূলাদি ভোজিরা বলেন মাংস ভক্ষণ করিলে বুদ্ধি মলিন ও মন্দীভূত হয়, আর ফল মূল ও শস্যাদি ভোজন করিলে বুদ্ধি সতেজ বিবেচনা শক্তি বৃদ্ধি এবং প্রধান প্রধান মনোবৃত্তি পরিষ্কৃত হয়। এ কথা যুক্তিসিদ্ধ কি না, বিবেচনা করা আবশ্যক। হিন্দুস্থানী, ইংরেজ, ফরাশী প্রভৃতি জাতিদিগের প্রতি নয়নপাত করিলে এবিষয়ের সম্বন্ধে মীমাংসা হইতে পারে। হিন্দুস্থানিরা নিরবচ্ছিন্ন শস্য ভোজী হইয়াও যে প্রকার মন্দবুদ্ধি তাহা কাহার অবিদিত নাই। ইংরেজাদি জাতিরা মাংসাশী হইয়া যে প্রকার বুদ্ধি শক্তিসম্পন্ন তাহা সকলেই অবগত আছেন। আমাদিগের সংস্কার এই যে বিবেচনা ব্যতিরেকে কি মাংস ভোজী কি শস্য ভোজী কাহারই বুদ্ধি ও বিবেচনা শক্তি প্রভৃতি সতেজ হয় না। তবে এবিষয়ে এক কথা আছে, [illegible] সাহেব বলেন (৭), যাহারা সতত বসিয়া পরিশ্রম করেন, তাঁহাদিগের অল্প পরিমিত মাংস আহার করা উচিত, আর যাঁহারা অধিকতর পাঠ ও চিন্তাদি করেন, তাঁহাদিগের মাংস ভক্ষণ পথ্য নয়। এপ্রকার বিধানের কারণ এই যে হস্ত পদাদি চালনা দ্বারা অধিক পরিশ্রম করিলে যে পরিমাণে পুষ্টিসাধন দ্রব্য [illegible] আবশ্যক করে, তাহার অল্প [illegible] যে [illegible] পরিমাণে আবশ্যক করে না। [illegible] যাঁহারা গাঢ়তর চিন্তাদি দ্বারা মানসিক [illegible] করেন তাঁহারা মাংস ভক্ষণ করিলে [illegible] প্রকার রোগাক্রান্ত হন (৮) অল্প [illegible] ব্যক্তিদিগের অল্প আমিষ আহার [illegible] বলিয়া ডাক্তার [illegible] আপনার অধীনস্থ [illegible] ছাত্রদিগের মধ্যে যাহারা [illegible] ইত, তাহাদিগকে এক দিন অন্তর [illegible] আর যাহারা শ্রম শূন্য হও পাইত [illegible] গকে এক দিন অন্তর দুই ছটাক [illegible] আমিষ ভক্ষণের অনুমতি দিয়াছিলেন।

আগমনী

১২ই ফাল্গুন ১২[illegible]

ঢাকা সহর ও জেলার [illegible] স্থিত কয়টী বিদ্যালয় আছে। [illegible] ঢাকা কালেজ সর্বপ্রধান, [illegible] কটী, বাঙ্গালা [illegible] বালিকা [illegible] বিবাহিতা মহিলাগণের শিক্ষা [illegible] ত্র আছে। মফস্বলে ইংরাজি [illegible] সাহায্যকৃত বাঙ্গালা [illegible] কা বিদ্যালয় আছে। [illegible] যের মিসনারিবাদি (গবর্ণমেণ্ট [illegible] বালকের পাঠশালা আছে। [illegible] বিদ্যালয় উপলক্ষে এই জেলায় [illegible] ৩,৭৫০ টাকা ব্যয়িত হইয়া [illegible] কালেজের মধ্যে ঢাকা [illegible] অপেক্ষাকৃত প্রাধান্য লাভ [illegible] কালেজে অদ্যাপি ১৫০ টাকা [illegible] অধ্যাপকের পদসৃষ্টি হয় নাই, ঢাকা [illegible] তাহা হইয়াছে। [illegible] সংস্কৃত কালেজের [illegible] প্রিন্সিপল [illegible] সোমনাথ মুখোপাধ্যায় উক্ত পদে নিযুক্ত হইয়াছেন। পোগোস্ সাহেবের স্থাপিত বিদ্যালয়টি নিতান্ত মন্দ নহে। ইহার যেরূপ উন্নতি দৃষ্ট হইতেছে বোধ হয় পাঠ্য পুস্তকের [illegible] বস্ত ভাল হইলে সমধিক উন্নতি হইতে [illegible] সহরের মধ্যে যে কয়েকটী গবর্ণমেণ্ট [illegible]

---

(৪)। কোন মন্ত্র [illegible] দেখিয়াছেন [illegible] মাংসাহার [illegible] পরিশ্রম করিতে [illegible] কেবল [illegible] আমিষ ভোজন করা [illegible] পরিশ্রম করিতে পারিবেন না।

(৫)। ডাক্তর সর্বাধিন চীভ রচিত [illegible] নামক পুস্তক পাঠ করিবেন।

৬। [illegible] অফ [illegible] এণ্ড আর্ট নামধেয় পুস্তকের অষ্টম ভাগ পাঠ করিবেন।

(৭) উক্ত সাহেব কর্তৃক লাভস অফ লাইফ নামক পুস্তক পাঠ করিবেন।

(৮) এম, সি, [illegible] ফিলজফি নামক পুস্তকের [illegible] পাঠ [illegible] বেন।

ঊ সাহ প্রভৃত বাঙ্গালা বিদ্যালয় ...
প্রদেশের সুযোগ্য ইনস্পেক্টর মার্টিন সাহে
অবিচলিত যত্ন ও পরিশ্রম দ্বারা উক্ত
লয়ের সমুদয়ের কার্য্য সুনিয়মে নির্ব্বাহ হই
ছে। মার্টিন সাহেব অতি অমায়িক, লোক
ক ও কর্ম্মদক্ষ সুতরাং তাঁহার সহকারি
তাঁহার উৎসাহে প্রোৎসাহিত হইয়া তাঁ
র মতানুসারে কার্য্য করিতে ত্রুটি করিতে
ন না। মার্টিন সাহেব ও অন্যান্য ব্যক্তিদি
র যত্ন উপরি উক্ত বালিকা বিদ্যালয় গুলি
জীবিত আছে কিন্তু সংশয় হইতেছে
... মূলক অস্থির প্রতিজ্ঞতা
... উৎসাহোন্মুখ হৃদয়ে শোক ...
... বোধ হয় তাহা পারিবে না, কারণ
... দিগের শিক্ষাসংক্রান্ত বি
... মনোযোগ দেখিতে পা
... পুর ব্রাহ্মণপাড়ার বিদ্যাল
... প্রাতে নির্ব্বাহ হইয়া
... বিকল উক্ত সময়ে গিয়া দে
... বালিকার মধ্যে ২১টী উপস্থিত
... মধ্যে ১টী বালিকা আহার
... স্থান উত্তমরূপে পাঠ
... অনেক গুলি প্রশ্নের উত্তর ক-
... এরূপ শিখিয়াছে যে
... অন্যের শিক্ষিত অন্যের
... হইবেক না। ... লালথা
... টী বালিকা আছে। আমি
... যাই, সে দিন ১৬টী মাত্র
... বানকার বালিকাগুলি স
... বন্দোবস্তের দোষে তা-
... উন্নতি হইতেছে না, বিবাহি
... দিগের বিদ্যা শিক্ষা কত দূর হইতেছে,
... পারা সহজ নহে
... দ্বারা যে জগতের উপকার সম্ভাব-
... তাহা বর্ণন করা বাহুল্য ...। এ
... দিগের শিক্ষার্থে একটী বিদ্যালয়
... হইলেই ভাল হয়। যে সকল বালিক
... অন্যান্য কার্য্যে ব্যস্ত থাকে তা-
... শিক্ষার নিমিত্ত একটী
... (... ইস্কুল) আছে, এই বিদ্যা
... অধ্যয়ন করিয়া
... নরমাল ইস্কুল ভিন্ন অন্যান্য

নরমাল ইস্কুল কোন বিষয়ে পরাস্ত করিতে পারে না, প্রত্যুত এখানকার শিক্ষাসংক্রান্ত কার্য্য প্রণালী অতি উৎকৃষ্ট। যে ধর্ম্ম নিত্য সত্য ও স্বতঃসিদ্ধ বলিয়া কৃতবিদ্য ব্যক্তিদিগের সংস্কার জন্মিতেছে, যাহার অভাবে এদেশের লোকে এত কষ্ট পাইতেছে, যাহা অবলম্বন করিলে মানবগণ নির্ম্মল আনন্দ উপভোগ করিতে পারে, সেই ব্রাহ্মধর্ম্মের অনুশীলনার্থে ১২ই ফাল্গুন সোমবার এখানে এক টী ব্রাহ্মবিদ্যালয় স্থাপিত হইয়াছে, এবিষয়ে এখানকার ডেপুটী মাজিষ্ট্রেট শ্রীযুক্ত বাবু রা মকুমার বসু এবং ডেপুটী ইনস্পেক্টর শ্রীযুক্ত বাবু কালীকান্ত মুখোপাধ্যায় মহাশয়দিগের বিশেষ যত্ন আছে। এই জেলায় প্রায় ৬০০০ হাজার লোক লেখাপড়া করিতেছে, মসলমানদিগের অধিকার সময়ের সহিত বর্ত্তমান সময়ের তুলনা করিয়া দেখিলে যেন যুগান্তর হইয়াছে বোধ হয়।

সহরের মধ্যে ৩টী এবং মফস্বলে ৩ টী বিচারাসন আছে। বিচারপতির সংখ্যা ১২ জন, তদ্ভিন্ন সহরে ১ও মফস্বলে ১৩ টী থানা আছে তন্মধ্যে ১৮ জন দারগা এবং ২২ জন নায়েব দারগা আছে। আদালত ও পুলিশে যেরূপ বিচার হইয়া থাকে তাহা সমাচার পত্র সম্পাদকদিগের অগোচর নাই, বিচারপতিদিগের অনেকে আপন আপন কর্ত্তব্য কর্ম্ম সুনিয়মে নির্ব্বাহ করিবার চেষ্টা করিয়া থাকেন কিন্তু কতকগুলি স্বার্থপর লোক সেই কর্ত্তব্যের দ্বার রুদ্ধ করিয়া রাখিয়াছে। যাহা কর্ত্তৃক এখানকার সদরআলা ও মাজিষ্ট্রেট সাহেব বিচার বিষয়ে প্রশংসা লাভ করিয়াছেন, এখানকার জাইণ্ট মাজিষ্ট্রেটের বিচারে ১০ই ফাল্গুন ঢাকা প্রকাশ সম্পাদকের ১০০ শত টাকা জরিমানা তদভাবে ৩ সপ্তাহ কারাবাসের হুকুম হইয়া গিয়াছে: সম্পাদক জজের নিকটে আপীল করিয়াছেন। বাদির পক্ষের ডেপুটী মাজিষ্ট্রেট ম্যাকর্টের সাথ অন্যায়কারী কি না-তাহা জজ সাহেবের নিকট বিলক্ষণ প্রতিপন্ন হইবার সম্ভাবনা আছে। যদি যথার্থ বিচারে অন্যায়কারী হন তাহা হইলে জাইণ্ট মাজিষ্ট্রেট কি কর্ম্ম পরিত্যাগ করিয়া বিলাতে গমন করিবেন, না, সম্পাদককে টাকা গুলি

ফিরিয়া দিয়া তাঁহাকে সান্ত্বনা করিবেন? এখা...
নে ত্রিবিধী মুদ্রাযন্ত্র আছে তদ্দ্বারা যে বিশে...
উপকার হইতেছে তাহা বর্ণন করা বাহুল্য
মাত্র।

প্রাপ্ত।

রেলওয়ে ভ্রমণ।

আমি সম্প্রতি পূর্ব্ব দক্ষিণ বাঙ্গালা রে...
রোডে আলমডেঙ্গা পর্য্যন্ত বেড়াইতে গিয়া...
ছিলাম, আর এক ষ্টেসন আগে গেলেই রে...
রোডের বর্ত্তমান পূর্ব্ব উত্তর সীমা কুষ্টে পর্য্য...
যাওয়া যাইত। কলিকাতা পশ্চাৎ করি...
বেলেঘাটার পোল পার হইলেই ক্রমে প...
গ্রামের শোভা দেখিতে পাওয়া যায়। নগরে...
কোলাহল অল্পে অল্পে অন্তর্হিত হইতে থা...
বাজার ধূলা বাতাসের সঙ্গে উড়িয়া ও ...
আমাদিগকে ধরিতে পারে না এবং বড় ...
ইষ্টকালয় সকলও ক্রমে ক্রমে চক্ষুর বহির্ভূ...
হয়। কিছু দূর পর্য্যন্ত কলিকাতাস্থ সম্ভ্রা...
দিগের দুই একখানি বাগান বাটী মধ্যে মধ্যে ...
পার্শ্বে পতিত হইয়া সহরের ভাব স্মরণ ক...
ইয়া দেয়, পরে তাহারাও ক্রমে ক্রমে অ...
র্হিত হইয়া যায়। এখন খেজুরগাছ, সু...
রী ও বাঁশ পুকুর দৃষ্টি পথে পতিত ...
মফস্বলের রাস্তা দৃষ্টি করিলেই মাঠের ...
আর বাতাস প্রাপ্ত হইয়া শরীর শীতল ...
আম্রকানন ও বাঁশঝাড় দেখিয়া চক্ষুর পী...
দূরীভূত হয় এবং শীতল অন্তর বাসস্থান ...
রূপ এক খানি বড় বড় আটচালা ও খড়ের...
(কাঁচা) পাকার প্রতিরূপ টিন বেড়ে...
কোঠা ঘর সকল দেখিতে পাইয়া পল্লী ...
মের পরিচয় প্রাপ্ত হওয়া যায়। যে ...
কোন গ্রামের মধ্য দিয়া বাষ্পীয় রথ গম...
করে সে খানে প্রতি ঘর ও প্রতি দ্বার হই...
আবাল বৃদ্ধ বনিতাকে ব্যস্ত সমস্ত হইয়া ...
দূরে অনিমিষ নেত্রে গাড়ির প্রতি দেখে...
করিতে দেখা যায়, তাহারা প্রতি দিন ...
বেলা যত বার গাড়ি যায় তত বারই ঐ ...
করিয়া দেখে কিন্তু তথাপি তাহাদিগের ...
ও গাড়ি দেখিতে বিরক্তি জন্মে না, তাহা...
যে রোজ রোজ দুবেলা ওপ্রকার কা করে ...
দেখে কিছুই বুঝিতে পারা যায় না, সেই ...

ও শাড়ী, সেই লোকের ভিড় সেই খালের
ধারা, ইহাতে যে তাহাদিগের প্রতি দিন
ক নূতন বোধ হয় তাহারাই বলিতে পারে।
দ্ধ কোণের বৌটিকেও গবাক্ষ হইতে ঘোম-
টা খুলিয়া প্রত্যহ দুটি বেলা গাড়ি দেখি-
তে হইবে। শুনিয়াছি ওপারের রেলরোডের
রের কোন কোন গ্রামের মধ্যে গাড়ি যাই
র পূর্ব্বে ঘা দেওয়াব, চুল বাঁধিবার ও কা
ক পরিবার তাড়াতাড়ি পড়ে। আমাদের
দেশে মেয়েদের আবরু বড়। গাড়ির ধারে
কা জোবা পেলেও আর প্রায় কেউ একটু
রস্থ সরোবরেও স্নান করিবার বা গা ধোবার
কষ্ট স্বীকার করেন না, আর লজ্জার কথায়
তা কাযই নেই, এদিকে সপ্তকন্যা পুরীর ভি-
র প্রকোষ্ঠ মধ্যে একলা বসে ঘোমটা দেওয়া
দিকে গাড়ির পাশে, হাটের মাঝে দেশী বিদে
লোকের সাক্ষাতে * * * * * * বলা কথা
নেক প্রাণের নিকট তত লোককে চক্ষু মুদ্রিত
রিয়া যাইতে হয় সন্দেহ নাই। যাহা হউক,
ইরূপে খেলো মাঠ, খোড়ো জমি, আম
খান, বাঁশঝাড় ও মধ্যে মধ্যে এক এক
টি গ্রাম অতিক্রম করিতে করিতে রাণী
ট পর্য্যন্ত প্রায় এক ভাবেই যাওয়া যায়।
বে ইহার মধ্যে [illegible] পুরের ষ্টেসনে সা-
হেব বিবির গোলো এবং অপর প্রকার লো
ক ভিড়ে কিছুৎ অধিক দেখা যায়, যেন
কু কলিকাতা কলির [illegible] গন্ধ ছাড়ে। [illegible]
এদিকে সাহেবদের রাজ্যান্ত ওদিকে বি
দের ফুলো গাউন দেখিয়া একটু কৌতুক
কিতে হয়। [illegible] করিলেই
ার এক ভাব। ক্রমে [illegible]
ইয়া মাঠের ভাগ বেশী হইতে থাকে, পারে
এক স্থানে গাছ পালা পর্য্যন্ত নিকটেও
খিতে পাওয়া যায় না কেবল [illegible]
োর মাঠ দর্শনেন্দ্রিয়ের একমাত্র বিষয়
ইয়া অতি শীঘ্রই অপ্রীতিকর হইয়া উঠে।
দিকে যেমন ক্রমে মাঠের [illegible]
ইরূপ উত্তরোত্তর দেশের প্রত [illegible]
াইতে থাকে। ক্ষুধা তৃষ্ণা ক্রমে [illegible] দিয়া
ঠে। কিন্তু ক্ষুধা অপেক্ষা পিপাসাতেই
াকে অত্যন্ত কাতর হয়, সর্ব্বদেশে জল
িকিতেও কোন স্থানে এক বিন্দু পান করি

বা কেহ কাতরতা দূর করিতে পারে না।
সাহেবদের সকল স্থানেই সুখ। যে ষ্টেসনে
গাড়ি লাগে সেই খানেই রুটো করে সাহে-
বের জন্য এক জন জল লইয়া সকল গাড়ির
নিকটে নিকটে বেড়ায়, ইচ্ছা করিলে অপর
লোকেও বোধ হয় সে জল পাইতে পারেন
কিন্তু যার যাকে বেতের ভয় তার সে জলের
দিকে তাকাবার যো কি? প্রায় কুজোওয়ালা
খানেরই চাপ দাড়ি সুতরাং সাহেবেরা যখ
ন জল খান আমরা তখন হ্যাল হ্যাল করে
চেয়ে থাকি। কেউ যে গাড়ি থেকে নেমে
গিয়ে কোন পাড়া ডোবায় জল খেয়ে প্রাণ
বাচিয়ে আসিবেন তাতদূর পর্য্যন্তও কারো
ভরসা হয় না, কি জানি কখন কোন দিগ
দিয়ে "ঘণ্টা মারো" রব উঠিবে আর অম
নি বাস্পীয় রথের সঙ্গে সঙ্গে তাঁহার দেহ হই
তে প্রাণ দ্রুতবেগে প্রস্থান করিবে। ভাল
কথা মনে পড়েছে, রেলরোড হইতে আমা
দের এ দেশের অনেক বিষয়েরই উন্নতি হই
তেছে, ক শাস্ত্র পর্য্যন্ত উন্নতি দেখা যাইতে-
ছে। আগে এ দেশে "ডাণ্ডিবারো" "ডাও
মারো" ইত্যাদি গুটিকত মারো কথা ছিল,
রেলরোড হইয়া এক্ষণে "ঘণ্টা মারো" এই
একটি নূতন মারো কথার সৃষ্টি হয়েছে।
এখন প্রায় সকল ষ্টেসনেতেই পানের খিলি
বিক্রীত হইবার প্রথা হইয়াছে। উহার মধ্যে
কেবল কোন আড্ডায় পানের সঙ্গে পাকানো
কাগজের মত জিলিপি এবং পুরাণো গোল
আলুর মত সন্দেশ বিক্রয় করিতেও দেখা
যায় কিন্তু জিলিপি সন্দেশ [illegible] গেলে বি
শ্য [illegible] কোন রকম খাবার জিনিষ
সঙ্গে [illegible] খাবার [illegible] না। কোন
[illegible] দিপাহী শাস্তি [illegible] মনে করি
[illegible] পানের খিলি কিনিয়া খান এবং অন্যকেও
[illegible] উপদেশ করেন [illegible] আমার
বোধ হয় যে সে সময় দুপো পাঁচপো খিলি
[illegible] এক ফোঁটা জলের কার্য্য করে না, ঐ স
কল বিজ্ঞ বাবুরা যে পানের খিলিতে স্নান
করিতে উপদেশ করেন না কেন বলা যায়
না,

বিবিধ সংবাদ।

১১ই চৈত্র সোমবার।

বাঁকিপুরের মাজিষ্ট্রেট হাকিম [illegible]
যত্নে তত্রত্য মারীভয় নিবারণের জন্য [illegible]
বন্দোবস্ত হয়। এক দিবসের মধ্যে
টাকা চাঁদা হইয়াছে, আরো কিছু
সংগৃহীত হইতেছে। তত্রত্য [illegible]
দা যুবক এক সভা করিয়াছেন, তাঁহারা [illegible]
যথাযোগ্য বিষয়ে ব্যয় করিবেন। [illegible]
শাহ, ভারতবর্ষীয় সভা এদিকে সবিশেষ [illegible]
তা হইয়াছেন। সাধারণের নিকটে [illegible]
থনীয় এই যে সকলে সাধ্যানুসারে [illegible]
সাহায্য দান করেন।

বোম্বাইয়ের পার্শ্বীদিগের [illegible] ব্যবস্থা ও
প্রস্তুত হইয়াছে। [illegible] পুরুষদিগের [illegible]
স্ত্রীলোকদিগেরও [illegible] বি [illegible]
বিধান করিয়াছেন। স্ত্রী [illegible] বি-
তের আজ্ঞা যাবা হইবে। [illegible]

২১এ ডিসেম্বর [illegible]
হইয়া গিয়াছে। ইহা প্রায় [illegible]
বিস্তর বাটী ভগ্ন হইয়াছে। [illegible]
প্রাচীরের বাহিরে পতন [illegible]

লাহোরে খব ও [illegible] আছে। কলিকাতার [illegible]

[illegible] নিকাশে [illegible]
আজ্ঞা হইয়াছে। [illegible]
গ্রাণ্ট কাপ্তেন [illegible] ডেপুটি [illegible]
বল হইয়াছেন। [illegible]
হইতে প্রত্যাগমন করিলে [illegible]
নিয়োজিত হইবেন। [illegible]
পুলিস হইবে। সে বিষয় [illegible]
পা করিয়া কর্মাকাঙ্ক্ষীদিগকে [illegible]
বলা হইয়াছে।

মিউনিসিপাল বিল বিবেচনার [illegible]
(আগামি কল্য) ও শনিবারে [illegible]
অধিবেশন হইবে। তাঁহারা ঐ [illegible]
আপত্তি শ্রবণ করিবেন।

অযোধ্যা গেজেট বলেন [illegible]
আহম্মদ আলী ও [illegible] নামক [illegible]
ক্তিকে লাইটলি নামক এক জন [illegible]
পরিবারের হত্যাকারী বলিয়া [illegible]
লক্ষ্ণৌর ডেপুটি কমিসনরের [illegible]
প্রথম বিচার হইয়া আহম্মদ [illegible]
সে অর্পণ করা হইয়াছে। [illegible]
রুদ্ধে স্পষ্ট প্রমাণ না থাকাতে [illegible]

হ। বিদ্রোহের বৃত্তান্ত এক্ষণে বিস্তৃত হওয়া উচিত। এরূপ বিষয় এক্ষণে দৈব নির্ব্বাচনের ন্যায় বোধ হয়।

উক্ত পত্র বলেন ই.বত্ত সাহেব ঐ কালে পট্টিসিলোনে বাস করিবেন। তন্নিমিত্ত একটি বাটী ভাড়া করা হইয়াছে। পঞ্জাবের লেফ্টেনেণ্ট গবর্ণর সাহেব উত্তর পশ্চিমাঞ্চলের গবর্ণমেণ্টের সেক্রেটারি হইতেছেন।

আলাহাবাদ গেজেট বলেন ভারতবর্ষীয় রেইলওয়ে কর্ম্মচারিরা বঙ্গদেশের কর্ম্মচারিগণ অপেক্ষা অধিকতর অমনোযোগী। আরোহীদিগের সুবিধা বিষয়ে কিছুমাত্র মনোযোগ করা হয় না। সম্প্রতি [illegible] কোন ষ্টেসনে গাড়ী লাগাতে এক জন ভদ্র [illegible] শ্রেণীর আরোহী যেমন নামিতেছিলেন [illegible] সময়ে গাড়ী [illegible] গমন করাতে [illegible] আহত হন। তাঁহার এক [illegible] ছিন্ন প্রায় হই- [illegible] বড় ঘণ্টা ব- [illegible] হয় না। অনেক স্থলে আরোহী- [illegible] ষ্টেসন হইতে বাহির হই- [illegible] ভারতবর্ষীয় রেইলওয়ে কোম্পানি চেষ্টা করিবে না।

অবজার্বরের এক জন পত্রপ্রেরক [illegible] সুরতে খাদ্য দ্রব্য অতিশয় দুর্ম্মূ- [illegible]। পুনার অবস্থাও এই প্রকার।

[illegible] বলেন গুজরাটের বিদ্যালয়ের ই- [illegible] কালেজের অধ্যক্ষ ও বোম্বাইয়ে- [illegible] বিদ্যালয়ের প্রধান শিক্ষককে [illegible] পরীক্ষা দিবার আজ্ঞা হইয়া- [illegible] প্রস্তুত হইবার জন্য দুই বৎ- [illegible] হইয়াছিল। তথাপি ইহারা প- [illegible] অথবা সিবিলিয়ানদিগের [illegible] পরীক্ষা দিবার আবেদন করেন। [illegible] তাঁহাদিগের আবেদন অগ্রা- [illegible] পরীক্ষা দিতে বলিয়াছেন। [illegible] এ বিষয়ে [illegible] করিয়াছেন [illegible] বর্ণের মধ্যে [illegible]। আমরাও সম্পূর্ণ হৃদয়ে একথায় [illegible] করিতেছি অন্ধ অন্ধকে পথ দেখা- [illegible] না।

[illegible] কার কাথবার্ট সাহেবের এক [illegible] এক বন্দুক লইয়া যাইতেছিল; [illegible] পুলিস প্রহরী তাহার অনু- [illegible] করিতে চাহিবাতে উভয়ে বিবাদ [illegible] সময়ে পুলিস ইন্সপেক্টর সাহেব [illegible] উপস্থিত হইয়া [illegible] বন্দুক সহিত পুলিসে রুদ্ধ করেন। ইন্সপেক্টর-র অসাক্ষাতে প্রয়োজন উপস্থিত হওয়াতে তিনি তথা হইতে গমন করিলে কাথবার্ট নিজে পুলিসে আসিয়া প্রথমতঃ চৌকিদারদিগকে গালি ও পরে আস্তাবলকে গালি দিয়া বলপূর্ব্বক বন্দুক লইয়া যাইবার উদ্যোগ করিলে চৌকিদারেরা তাহার প্রতিবন্ধকতা করে। তিনি তন্মধ্যে এক জনকে প্রহার করিতেছেন এমত সময়ে ইন্সপেক্টর প্রত্যাগমন করিয়া তাঁহাকে এক পদ হইতে ভূমিসাৎ করিলেন। [illegible] উঠিয়া কেদার বাবুকে আক্রমণ করাতে ক্রমে কয়েক মিনিট মল্ল যুদ্ধ হওয়া পরিশেষে সাহেবকে রুদ্ধ করিয়া পুলিসে সমর্পণ করাতে তাঁহার ৫০ টাকা অর্থদণ্ড হইয়াছে। এই প্রকার ঘুসির বদলে ঘুসি না হইলে নিম্ন শ্রেণীর ইউরোপীয়েরা ভদ্রতা শিক্ষা করিবে না।

গবর্ণর জেনেরলের অনুরোধে ভারতবর্ষীয় রেইলওয়ে কোম্পানি কাশী হইতে এক এক খানি বিশেষ ডাকের ট্রেণ করিবেন। আগরা হইতে সপ্তাহে ডাক আনিবার প্রস্তাব হইয়াছে।

ফিনিক্স বলেন জয়পুরের রাজা পণ্ডিত শিব-দীনের সহিত শত্রুতা সাধনার বিশেষ চেষ্টা করিতেছেন। তিনি ২০ দিবস পর্য্যন্ত এক সপ্তাহ কাশীতে ও এক সপ্তাহ আলাহা-বাদে অতিবাহিত করিবেন।

উক্তপত্রের জবলপুরের সংবাদদাতা বলেন তথায় দোলের রাত্রিতে এক ব্যক্তির বাটীতে অনেক জন ব্যক্তি নিমন্ত্রিত হয়। ভোজনের পর তাঁহার কন্যা সকলকে পান দিলে তাঁহারা অচেতন হন। দুই ব্যক্তির মৃত্যু হইয়াছে। এক জনকে পাওয়া যাইতেছে না। আর কয়েক জন রক্ষা পাইয়াছেন। কন্যা রুদ্ধ আছে।

তিনি আরও বলেন সুন্দর্বার রাজার বাটীর নিকটে এক দল যুবক গুলবাগ খেলিতেছিলেন, এমত সময়ে এক জন সন্ন্যাসী তাঁহাদিগের অ-যোগ্যতার উপহাস করাতে ও তাঁহাকে খেলিতে বলেন। সে বিলক্ষণ পারদর্শিতা প্রদর্শন করিয়া বলিল সে অনেক কায়েতের প্রাণ নষ্ট করিয়াছে। সে জানবার কালরূপে চা লাইত জানে। রাজা তাহাকে বিদ্রোহী বলিয়া জবলপুরের মাজিষ্ট্রেটের হস্তে সমর্পণ করিয়া-ছেন। একেলা ভাল বটে।

ইংলণ্ডীয় মনি মার্কেট রিবিউ বলেন, তিনি ভারতবর্ষীয় রীতি যাহা অবগত হইয়াছেন যদিও ভারতবর্ষের রাজস্ব অধিক হইয়াছে, তথাপি এ-বৎসর ৬০ অথবা ৭০ লক্ষ টাকা অকুলান হইয়া-ছে। আমরা ইহার কোন কারণ দেখি-তেছি না।

কয়েক দিবসাবধি গবর্ণমেণ্ট [illegible] কাগজ ক্রয় করিতেছেন।

১২ই চৈত্র মঙ্গলবার।

ভগবানগোলা হইতে এক ব্যক্তি লিখিয়া পাঠাইয়াছেন, ৫ই চৈত্র দিবা দুই প্রহরের সময়ে তথায় অগ্নিকাণ্ডে প্রায় শতাবধি গৃহ ভস্মীভূত, এক ব্যক্তি দগ্ধ ও এক বৃদ্ধা অর্দ্ধ দগ্ধ হইয়াছে। তত্রত্য দারোগা প্রভৃতি পুলিসকর্ম্ম-চারিগণ ও গ্রামবাসিরা অগ্নি নির্ব্বাণ করিবার যথোচিত চেষ্টা না পাইলে আরো অধিক অনিষ্ট হইত। পত্রপ্রেরক তত্রত্য সাহেব দারো-গার অধিকতর প্রশংসা করিয়াছেন।

হিন্দুস্থানী সম্পাদক বলেন গোলাপের বিদ্রো-হ দিন দিন ভয়ঙ্কর বেশ ধারণ করিতেছে, বি-দ্রোহিরা বার বার পরাজিত হইয়াও ক্ষান্ত হইতেছে না।

[illegible] বলেন [illegible] গবর্ণর জেন-রল রুড়কিতে দরবার করিয়াছিলেন, তথায় অনেক লোকে সমাগম হইয়াছিল; পর দিন তিনি কর্ণেল টিয়রনুল ও ৮ পরিত সৈন্য সঙ্গে সহিত জঙ্গলপথে যাত্রা করিয়াছেন এবং তথা হইতে [illegible] দেখিতে যাইবেন, এই রূপ জনরব আছে।

তিনি আরো বলেন গোয়ালিয়রের মহারাজ জয়াজী রাও [illegible], কাশী প্রভৃতি তীর্থ স্থানে ভ্রমণ করিতে আরম্ভ করিয়াছেন। পশ্চাৎ তাঁহার [illegible] যাইবার সম্ভাবনা আছে।

[illegible] বলেন গবর্ণমেণ্ট প্র-চার হইয়াছে যে সিবিলিয়ান কর্ম্মচারিরা সিবিল কর্ম্মে নিযুক্ত হইলে মিলিটারি ডিপার্টমেণ্ট হইতে আর বেতন পাইবেন না। তিনি যেখা-নে কর্ম্ম করিবেন সেইখান হইতেই সমুদয় বেতন পাইবেন। [illegible] হিসাবের সুবিধার্থ এরূপ প্রচারের কারণ।

এক জন শ্রীপুর হইতে লিখিয়া পাঠাইয়া-ছেন " এই শ্রীপুরনিবাসী বাবু [illegible] প্রায় ২০ বৎসর বয়সে এম এ উপাধি প্রাপ্ত হই-য়া, ২০এ ফাল্গুন অনুমান ১১ টার সময়ে পিতা মাতা স্ত্রী ও পুত্র ও আত্মীয়দিগকে ত্যাগ করিয়া এরূপ [illegible] সত্ত্বে [illegible] প্রাণ ত্যাগ করিয়াছেন।" শ্রীশচন্দ্র বি এ যিনি পূর্ব্বে উদরজ্বরে প্রাণত্যাগ করেন, তাঁহারও বাটী ঐ শ্রীপুর। যুবক সম্প্রদায়ের ধর্ম্ম যেমন ক্রমে দুর্ব্বল হইতেছে এবং ধর্ম্ম নীতির সম্যক শিক্ষা না হওয়াতেই এই দুর্গতি ঘটিতেছে।

তিনি আরো বলেন সম সর হইতে সা-[illegible] পর্য্যন্ত রেলওয়ে শীঘ্র খুলিবে।

আক্রা মিউনিসিপ্যাল [illegible] কাছে [illegible]-কাতাতে ও [illegible] ব্যাঙ্ক স্থাপিত ক-রিবার প্রস্তাব করিয়াছেন।

তিনি আরো বলেন [illegible] একটী শাখা ব্যাঙ্ক স্থাপিত হইয়াছে।

অযোধ্যা গেজেট বলেন গত সপ্তাহে তথায় অতিশয় ঝড় ও বারিবর্ষণ [illegible] শস্যের ক্ষতি হও-য়াতে [illegible] হই-য়াছে।

উক্ত পত্র আরো বলেন [illegible] ও সুল-তানপুরে অত্যন্ত [illegible] প্রাদুর্ভাব হইয়া-ছে। আক্রাবাদ ও অযোধ্যার ব্যক্তিগণ পী-ড়িত হইতেছে।

১৩ই চৈত্র বুধবার।

আমরা শুনিয়া অতিশয় দুঃখিত হইলাম [illegible] পরগণার প্রধান সদর আমীন [illegible] [illegible] পদচ্যুত হইয়াছেন। তাঁহার [illegible] বিরুদ্ধে এই দোষ শুনা গেল, তিনি বাস্তবিক যে মকদ্দমার বিচার করেন নাই, তা-হার বিচার করিয়াছেন বলিয়া [illegible] দাখিল করিয়াছেন। ইহা যদি সত্য হয়, অবি-[illegible] দণ্ডের বিষয় সন্দেহ নাই। এতদ্দ্বারা তাঁহার [illegible] স্বভাবদোষ সপ্রমাণ হইতেছে। এক, তিনি অলস স্বভাব, দ্বিতীয়, মিথ্যাবাদী। [illegible] বিচারপতি কোন প্রকারে পদস্থ থাকিবার যোগ্য নহেন। এরূপ বিচারপতি হইতে কেবল সুবিচার ব্যাঘাত জন্মে না, যে-[illegible] এ সব [illegible] জন্মায় হয়।

[illegible] সাধারণ সভার সভাপতি [illegible] [illegible] সাহেবের পত্র দ্বারা অবগত হওয়া [illegible] ঐ নগরের প্রস্তাবিত মিউনিসিপাল [illegible] নগরবাসিদিগের অভিপ্রায় জ্ঞাত হইবার [illegible] একটী সভা হয়, ঐ সভাতে বিলের [illegible] অসম্মতি প্রকাশ করিয়াছে। বোধ [illegible] কলিকাতার নূতন মিউনিসিপাল বিলের ঐ [illegible] হইবার সম্ভাবনা নাই।

[illegible] ঢাকা নিউস বলেন গত বুধবার [illegible] [illegible] অগ্নি লাগাতে অনেক গৃহাদি ভস্মাবশেষ হইয়াছে, নূতন বাজারে ঐ দিন অগ্নি লাগিয়া-ছিল, কিন্তু বড় ক্ষতি হয় নাই, দুই এক খানি ঘর উপর দিয়াই গিয়াছে।

তিনি আরো বলেন নীলকর ও [illegible] বি-[illegible] এক [illegible] বিবাদ উপস্থিত হইয়া এক জন হত ও [illegible] জন আহত হইয়াছে। “ যদ্যপি বদু [illegible]

“ [illegible] এ কথাও অমঙ্গলের কারণ হয়।

ইংলিসম্যান বলেন [illegible] পূর্ব্ব মন্ত্রী [illegible] স্থানান্তরে গমন করাতে তথাকার বি-দ্রোহের শান্তি হইয়াছে।

তিনি আরো বলেন [illegible] পুনর্ব্বার বি-দ্রোহ হইবার উপক্রম হইতেছে। নির্ব্বাসিত [illegible] পুনঃ পুনঃ ভয় প্রদর্শন করিতেছেন। [illegible] তাহার আত্মরক্ষার্থে নেপালের সাহায্য প্রার্থনা করিয়াছেন, এবং সম্ভবতঃ তাহার উদ্যোগ করিতেছেন।

সমাচার হিন্দুস্থানী বলেন সর [illegible] শীঘ্রই ভারতবর্ষীয় সেনাদলের অধিনায়কতা পরিত্যাগ করিবেন ও বাঙ্গালার বর্ত্তমান সেনা-পতি লর্ড [illegible] তাহার পদে অভিষিক্ত হই-বেন।

উক্তপত্র আরো বলেন এরূপ কিম্বদন্তী যে অযোধ্যাপ্রদেশের বিচার সংক্রান্ত কমিসনরের পদ উঠিয়া যাইবে এবং তৎপরিবর্ত্তে [illegible]-বাদে একটী প্রধানতম বিচারালয় স্থাপিত হই-বে, কিন্তু বিলের জন্য তথাকার প্রতিনিধি কমি-সনর বিচারকের আসন ও জুডিসিয়াল কমিসনর [illegible] সাহেব, প্রধান বিচারকের (চিফ জ-জের) আসন গ্রহণ করিবেন।

[illegible] বলেন, ১৫ই মার্চ সীতাপুরে [illegible]-[illegible] উপদ্রবে অনেক [illegible] হইয়াছে, পরে সেই [illegible] অভিমুখে গিয়াছে।

উক্তপত্র আরো বলেন, এতদ্দেশীয় সৈন্য গ-ণের অবকাশ প্রদানার্থ নিম্নলিখিত নিয়ম হই-য়াছে। প্রয়োজন হইলে সৈন্যেরা অবকাশ পা-ইতে পারিবে, যাহার বাটী ৭০০ মাইল দূরে হইবে তিনি ৯ মাস পর্য্যন্ত অবকাশ পাইবেন, আর বাটী নিকট হইলে সেই নৈকট্য পরিমাণে অবকাশ দেওয়া হইবে।

তিনি আরো বলেন লেফেনিয়াল [illegible] [illegible] কোম্পানির ইংলণ্ডে ও [illegible] এবং কলিকা-তা, বোম্বাই, মির্জাপুর প্রভৃতি স্থানে [illegible] আ-[illegible] প্রায় ১১০৭১১০ টাকা, কয়লা, [illegible] [illegible] দ্রব্য [illegible] টাকা, আর [illegible] ও উদ্ভিদ পদার্থে ৩২০০০, [illegible] [illegible] ৫৫০০০০, বাটী ও উদ্ভিদে ৩১০০০ টাকার সম্পত্তি আছে।

[illegible] বলেন [illegible] [illegible] বালিকাবিদ্যালয়ের সমূহে [illegible] ২৮০০ বালিকা অধ্যয়ন করিতেছে।

[illegible] হইতে এক [illegible] লিখিয়াছেন “ [illegible] ([illegible]) [illegible] [illegible] এই [illegible] গ্রামে একটী [illegible] [illegible]

ঐ স্থান উঠাইয়া [illegible] আদালত সংস্থাপিত করিয়াছে।

অপর, আমরা [illegible] [illegible] দুই ব্রাহ্মণ পরস্পর নীর হইয়া [illegible] [illegible] কমিটীর সমক্ষে [illegible] [illegible] করিয়াছে যে মকদ্দমা [illegible] [illegible] কিছু কাল [illegible] [illegible] নাই। [illegible] [illegible] [illegible] [illegible] এই [illegible]

১৪ই চৈত্র [illegible]

অযোধ্যার [illegible] কর্ণেল [illegible] ও [illegible] [illegible] পত্র দ্বারা [illegible] [illegible] উক্ত প্রদেশের পুলিসের [illegible] [illegible] [illegible] বড় ও [illegible] [illegible] বলেন “[illegible] বলিয়া স্বীকার করেন, [illegible] [illegible] বিপরীত উপদেশ দিয়া

[illegible] [illegible] [illegible] তাহারা [illegible] [illegible] [illegible] [illegible] এবার চতুর্দ্দিক হইতে [illegible] [illegible] বৃদ্ধি হওয়, [illegible] [illegible] উপায় দিয়া [illegible] হয় না।

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] কোম্পানি [illegible] [illegible] [illegible] এই প্রকার [illegible] [illegible] ৩৫,০০০ আরোহী [illegible] [illegible]

[illegible] [illegible] [illegible] [illegible] [illegible] হইয়াছে।

[illegible]রী কমিসরি জেনরল কার সাহেব [illegible] বিদায় লইয়া অবস্থিতি সময়ে উক্ত কি[illegible] তিনি যে সংবাদ পত্র প্রকাশ করাতে [illegible] গবর্ণমেণ্ট তাঁহাকে পদচ্যুত করিয়া [illegible] কর্মচারী হইয়া সংবাদপত্রে ম. [illegible] [illegible] নিকটে প্রণালীর দোষ জানান [illegible]

[illegible] মেণ্টের হুগলী নামক পুরাতন জাহাজ [illegible] টাকায় বিক্রিত হইয়াছে। ইহা এরূপ [illegible] হইয়াছে যে ক্রেতার ক্ষতির সম্ভাবনা।

[illegible] গবর্ণমেণ্ট [illegible] ও চীনে [illegible] দেশীয়দিগকে [illegible] না [illegible] হইবে। [illegible] তাহা ইহা না পায় কেন? [illegible] সভাই তিব্বতের যুদ্ধে [illegible] একণে উক্ত দেশে যুদ্ধ [illegible] টাকা [illegible] এখন তিব্বতে সৈন্য [illegible] সুতরাং ঐ দেশ জয় [illegible] সম্ভাবনা।

[illegible] লোকের নিম্ন [illegible] হইয়াছেন।

১৩,৩৩৮
২১ ৮৩৯
৩,২৫,০৭৮
৩৩ ৮৮৩
৪,২৭,৭৭১

মিউনিসিপাল বিলে [illegible] করিবার প্রস্তাব [illegible] [illegible] না করিলে [illegible] [illegible] দিন।

[illegible] দিয়াছে এক সংবাদ [illegible] দেশের প্রধান লোক- [illegible] করেন। গবর্ণর জেন[illegible] [illegible] বাহাল নাই, [illegible] [illegible] করিবার আজ্ঞা দিয়া[illegible] [illegible] পাইয়াছেন। যদি [illegible] কথা গৌরবান্বি[illegible] [illegible] তাঁহাকে [illegible] করিয়া [illegible]

[illegible] পরিণামে পর [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] চলিয়া দিয়াছে। [illegible]

[illegible] যে কাঁউন্সালে ঐ প্রকারাঁ করুক, উপযু[illegible] [illegible] রূপ শাস্তি বিধান করা উচিত।

বোম্বাই গেজেটে রিবিউ [illegible] ধনী পারসী [illegible] [illegible] বাগান হইতে একটি ৫০ টাকা [illegible] চারি আট আনায় এক বালকের নিকটে ক্রয় [illegible] উক্ত [illegible] করাতে পুলিসে উহার মামলা নালীশ হয়। বালকটিকে ছয় বেত [illegible] হইয়াছে এবং পারসীর ৫০ টাকা জরিমানা হইয়াছে।

[illegible] রাজা সর জেমস ব্রুক পুনর্ব্বা[illegible] [illegible] আসিয়া তাঁহার ভ্রাতুষ্পুত্র [illegible] ব্রুকের হস্ত হইতে শাসনের ভার লইয়াছেন। এই ক্ষুদ্র রাজ্যে একবর্ষে ২,৩০,০০০ টাকা রাজস্ব আদায় হয় এ সমুদয় প্রায় শুল্ক হইতে উঠে এবং সাধারণ উন্নতি সূচক কার্য্যে ব্যয়িত হয়। সর জেমস ব্রুক কেবল বোর্ণিওর নহে, মানব জাতির উপকারক ও আদর্শ স্বরূপ।

ঢাকা নিউসের [illegible] সংবাদদাতা বলে[illegible] [illegible] ক্রমশঃ ব্রিটিস আফিসরদিগের হস্তে আত্মসমর্পণ করিতেছে। প্রথমতঃ গবর্ণমেণ্ট বাস্তবিক অঙ্গীকারানুরূপ ক্ষমা করিবেন কি না, ইহার পরীক্ষার জন্য কয়েক জন আত্মসমর্পণ করে। তাহারা ক্ষমা প্রাপ্ত হওয়াতে অন্য অনেকে আত্মসমর্পণ করিয়াছে। [illegible] নামক এক ব্যক্তি তাহাদিগকে অস্ত্র ত্যাগ করিতে বারম্বার নিষেধ করাতে তাহারা তাহাকে বধ করিয়াছে। [illegible] কাষ্ঠের [illegible] হইয়াছে। গবর্ণমেণ্ট [illegible] এত সন্তুষ্ট হইয়াছেন যে ৩১ পর্য্যন্ত [illegible] সেনাদলকে [illegible] বিদায় দিবার আজ্ঞা করিয়াছেন। যে [illegible] এক [illegible] দ্বারা [illegible] হইল তাহা করেক [illegible] জাতিকে হত্যা ক[illegible] [illegible] বলিয়াছিলেন।

[illegible] লিখিয়াছেন [illegible] [illegible] সাহেব [illegible] [illegible] কারণ অন্বেষণ করিবার জন্য নিযুক্ত হইয়াছেন। [illegible] সাহেব এক দিনের পর [illegible] [illegible] দিয়াছেন।

আমরা আহ্লাদিত হইলাম যে [illegible] [illegible] সভার [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] টাকা করিয়া দিয়াছে। [illegible] [illegible] [illegible] [illegible]

[illegible] [illegible] [illegible]

সমাচার হিন্দুস্থানী [illegible] [illegible] [illegible] দেশীয় হইতে [illegible] করাতে [illegible] উঠিয়াছে তিনি [illegible] [illegible] লক্ষ টাকা দি[illegible] [illegible] [illegible]। আবার [illegible] [illegible] হইতে সর্ব্বদা [illegible]।

[illegible] বর্ত্তমান বর্ষের নিম্ন লিখিত আয় [illegible] হিসাব প্রকাশ করিয়াছেন।

আয় ৪৩ ৯৯,০০,০০০
ব্যয় ৪২ ৮৮ [illegible] ৩২০

অতুল [illegible] ৯৯,[illegible],৩২০

লেঙ সাহেব ৪২ ২৭,১২ ০০০ আয়, ৪২,৭৯,১,৩ ৮৫০ টাকা ব্যয় ধরিয়াছিলেন। কিন্তু তাঁহার হিসাবে ১৭,৯৮০,৬০ টাকা উদ্বৃত্ত থাকে। ইংলণ্ডের ব্যয় অধিক হওয়াতে অধিক[illegible] আয় ও অকুলান হইতেছে। ইংলণ্ডের [illegible] কি [illegible] না?

উক্ত পত্র [illegible] ধনিদিগের উপর ইনকম টাক্স রাখিতে বলেন। হা! [illegible] দ্বারা কৃষকদিগকে, [illegible] দ্বারা মধ্যম শ্রেণীকে, ও ইনকম টাক্স দ্বারা ধনিদিগকে [illegible] না করিলে [illegible] করা হয় কই?

উক্ত পত্রের লণ্ডনস্থ সংবাদদাতা ([illegible]) লিখিয়াছেন " আমি আপনাকে নিশ্চয় বলিতেছি সর চার্লস উড পদত্যাগ করুন আর না করুন ফৌজদারী কার্য্যবিধির আইন বিধিবদ্ধ হইবে না।" এদিকে [illegible] সভাসদ জন [illegible] এই দূষিত আইনের প্রতিবাদ করিয়াছেন। [illegible] সাহেবও এই দলে মিশিয়াছেন। তথাপি এই কত দূর সম্পা[illegible] মতের মত পরিবর্ত্ত হইল না।

১৫ ই চৈত্র শুক্রবার।

আমরা অতিশয় দুঃখিত হইয়া পাঠকবর্গের গোচর করিতেছি, গত [illegible] কলিকাতার দক্ষিণ ভবানীপুরের [illegible] অগ্নি লাগিয়া [illegible] ক্ষতি হইয়াছে। আমাদিগের [illegible] [illegible], অনুমান [illegible] [illegible] হইয়াছে, ১২।১৩ জন লোকের প্রাণ বিনাশ হইয়াছে, এতদ্ভিন্ন গরু ছাগল প্রভৃতি অনেক প্রাণী হতাহত হইয়াছে। কলিকাতায় খোলার ঘরের [illegible] হওয়াতে অগ্নি [illegible] নিবারণ হইয়াছে, ভবানীপুরের [illegible] অনুমতি না হয় কেন? [illegible] সংখ্যা ও স্থানের [illegible] ভবানীপুর কলিকাতার অপেক্ষা [illegible]।

দিল্লী গেজেট বলেন, ব্রিটিস [illegible] নিযুক্তদিগের [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible]

...কোনের সাবধান ... এবং ৮৬১ অব্দের ২৫ ... ১৮৬৪ অব্দের ১০ আ... অনুসারে ২য় শ্রেণীর অধীন ... হইবেন।

...কেন্টনী গবর্ণর ... কলিকাতার ... এবং এইচ এম মেইকলা... মধ্য পদে নিয়োগ করি...

... সাহেব অস্থায়ী যশোহর হইতে ... প্রতিনিধি ... কর্মচারী

... তিনি সাহেব ... ডিভিজনাল কর্মের প্রতি

... সাহেব, পাবনার প্রতি ... হইবেন।

... ডেপুটী ম্যাজিষ্ট্রেট যে ... হইয়া ... পাইয়াছেন।

... সেক্রেটারি হইবেন। ... সাহেব ... ছেন।

প্রেরিত।

সোমপ্রকাশসম্পাদক মহাশয়েষু।

... এক কৌতুকাবহ ... গ্রামস্থ লো... বিদ্যালয়ে ... এরূপ ... হইয়া ... গবর্ণমেন্ট ... বাঙ্গালা ... এবং ... নির্বাহ করিতে ... মধ্যে এরূপ ... লোক ... ইংরাজী ... গবর্ণমেন্টের লোকে ... এবং ... দুঃখ ... বিষয়ে ... হয় যে ... লিখিত ... ... করা ... সকল ...

যে ... প্রকাশ এই কথা ... দিবে, সেই সকল লোকেই ... সের যথার্থ উপযুক্ত ... এই সকল লোক ... প্রবন্ধ ... পাঠ করিয়াছি, উপযুক্ত ইনস্পেক্টরের নিকট ... এপয়েন্টমেণ্ট ... হইয়াও ... তাঁহাদের শিক্ষা ... মূলক ... কোন ... সেই পুষ্করিণীর পশুরা ... ভাবে না যে, অনাথ করিয়া ... দিগকে মধ্যে ... যদি ... অতিরিক্ত হইত ... এরূপ কৌশল ও প্রতারণা করিবার কি আবশ্য... কতা ছিল ... তাঁহারা মনে ... পাঠাইতে পারিতেন ... তাঁহাদের ... তাহার এক ... বিদ্যালয়ের আশ্রয়ে ... কার্য্য ... হইত ... ঐ ... অবস্থায় গমন করিত এরূপ বোধ হয় না।

শ্রীযুক্ত সোমপ্রকাশ সম্পাদক মহাশয় সমীপেষু।

৩রা চৈত্রের " সোমপ্রকাশের " চতুর্থ কল মের প্রারম্ভে ... পাবনাস্থ ইং- রাজী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের ... বাবুদের বিষয় লিখিত দেখিয়া অত্যন্ত দুঃখিত হইলাম। মহাশয় প্রথমতঃ লিখিয়াছেন, যে প্রধান শিক্ষক মহাশয় ... বালিকাবিদ্যালয়ের উচ্ছেদার্থ যত্ন করিতেছেন। ইহা কখনই বিশ্বাসযোগ্য নহে। কেন না, যিনি নিজ ... দিগকে বিদ্যা শিক্ষা করাইবার জন্য প্রাণপণে যত্ন করিয়া ... (অর্থাৎ আপন স্ত্রীকে) বিদ্যারূপ ভূষণে ভূষিত করি- য়াছেন, ... করিতেছেন, ও যিনি ... আপন ... ভূমিতে একটী বালিকাবিদ্যালয় স্থাপিত করি- য়াছেন, তিনিই যে বালিকাবিদ্যালয়ের উচ্ছে দার্থে যত্ন করিবেন, বোধ করি সহৃদয় ব্যক্তিমাত্রে কখনই ইহা ... বলিয়া বোধ করিবেন না।

যদি এই বালিকাবিদ্যালয়টী প্রধান শিক্ষক মহাশয়ের ... ভূমিতে স্থাপিত হইত ... হইলে ... প্রধান শিক্ষক মহাশয় ... তাঁহাকে ... করিতেন, ... প্রধান শিক্ষক মহাশয়ের ... ভূমি নহে, তবে তাঁহার এখানে ঐ প্রকার ... করিবার আবশ্য- কতা কি ? আর এই কথা করিলে (অর্থাৎ বালি- কাবিদ্যালয় উঠাইয়া দিলে) কিছুই উপকার নাই, অথচ এই লোক নিন্দিত কর্ম করিয়া

প্রধান শিক্ষক মহাশয়ের ... এবং ... হইয়া ... পৃথিবীতে ... মানব ... হইতে ... হইবে। ... পাঠশালা ... বিদ্যালয়ের ... তাহাকে ... প্রধান ... করি- ... প্রধান শিক্ষক মহাশয় ... আপনি ... সন্দেহ ...

... যে " ... শিক্ষক ... পণ্ডিত মহাশয়ের প্রতি ... করিয়া- ... কারণ ... কমিটী ও ... সেক্রেটারি " ... যে প্রধান শিক্ষক ... মহাশয়কে ... করিলেন, ... এক স্থানে ... শিক্ষক মহাশয়ের ... অপমানিত হইয়াছে ... মহাশয়কে ... করিয়াছেন " বাস্তবিক ... এরূপ ... যথার্থ ... বিষয়ের ... মহাশয়ের ... প্রধান শিক্ষক ... পূর্ব্বক ... বিদ্যালয়ের ... প্রতি ... অপেক্ষা ... অধিক ... এজন্য প্রধান শিক্ষক মহাশয় " ... কমিটিতে " ... মহাশয়কে অনাবশ্যক (১) বোধে ... করিয়াছেন। ... বিবেচনা করুন, এই কারণে কি প্রধান শিক্ষক মহাশয়কে দোষী বলা উচিত ? ... প্রধান শিক্ষক মহাশয় ... না থাকিতেন তাহা হইলে যে অধিক ... তাহা অব- শ্যই প্রধান শিক্ষক মহাশয়কে ... হইত সন্দেহ নাই। আপনার ... এরূপ প্রধান শিক্ষক মহাশয় পূর্ব্বে সাবধান হইয়া বিচক্ষণের ন্যায় কর্ম করিয়াছেন, বলিয়া কি তাঁহার উপর ... এই জন্যই কি ... হইল ?

তাং ৬ ই চৈত্র

১২৬৯ সাল

---

(১) ... বাঙ্গলা শিক্ষককে অনা- বশ্যক বোধ করাই ... সন্দেহের ... পণ্ডিতের পদে যে ... শিক্ষক নিযুক্ত হন, উনি তাহাকে ছাড়িয়া দিয়া পূর্ব্বের মত শিক্ষকদিগকে কার্য্য বিভাগ করিয়া দিলে কি উচিত না ?

উক্ত পরগণার [illegible] মেডিকাল কালেজের [illegible] পাশ [illegible], উহার ও অন্য বিদ্যালয়ের [illegible] হন, গবর্ণমেণ্ট তাহা উঠাইয়া দিয়াছেন, এক্ষণে এতদ্দেশীয় সহকারী [illegible] উপদেশ দিবেন।

দিল্লী [illegible] বলেন [illegible] দিল্লী [illegible] সকল [illegible] তাহার পুনঃসংস্কারার্থ অনুমতি দিয়াছেন।

তিনি আরো বলেন, [illegible] সাধারণ [illegible] হইয়াছে।

অষ্ট্রিয়ার [illegible] আর্মিনিয়া নামক জাহাজ জলমগ্ন হইয়াছে। তাহাতে [illegible] ব্যক্তি প্রাণ বিনষ্ট হইয়াছে।

[illegible] বলেন [illegible] ও অনেক [illegible] কৃতকার্য হইয়াছেন। [illegible] দিগের নিবারণার্থ [illegible] নয়।

[illegible] আর্মি [illegible] বাণিজ্য [illegible] শীঘ্র [illegible] সহ্য না [illegible] গবর্ণমেণ্ট [illegible] স্থাপন করিবেন।

[illegible] বলেন লেফ্‌টেনেণ্ট [illegible] আদেশ করিয়াছেন, [illegible] এখন [illegible] অধীন হইয়া কার্য করিতে হইবে। [illegible] প্রস্তুত করিয়া [illegible] দিবেন।

১৬ই চৈত্র [illegible]।

২৪ পরগণার [illegible] একজন মুসলমান [illegible] স্ত্রীলোকের প্রাণ [illegible] ডেপুটি [illegible] এই বলিয়া [illegible] কারণ করিতে না পারিয়া প্রাণ বধ করিয়াছে।

[illegible] বরিশাল হইতে [illegible] পত্র প্রাপ্ত হইয়াছি।

"১। এখানে ওলাউঠা রোগে [illegible] কর্তৃপক্ষ হইতে কোন প্রতীকারের চেষ্টা হইতেছে না।

২। এখানে একটা [illegible] গোলযোগ [illegible] দেখিয়া [illegible] এখানে ভদ্র লোক [illegible] ও কুক্রিয়া লোকের সংখ্যা নাই বলিলেও [illegible] বলা যায়।

৩। অত্রত্য [illegible] অনেকেই [illegible] করিয়া থাকেন। কেবল [illegible] এক ডেপুটি [illegible] একটী [illegible] না।

৪। এই জিলার [illegible] বড় অবাধ্য ও [illegible]। [illegible] হইয়া প্রায় [illegible] দিগের [illegible]। ইহারা অত্র লো-কের নামে বড় অপবাদ দিয়া থাকে, অতএব তাহা [illegible] করিতে পারিলে [illegible] করে না।

২। এখানে [illegible] বড়ই প্রাদুর্ভাব হইয়াছে। [illegible] চেষ্টা [illegible] আক্রমণ করিতে আরম্ভ করিয়াছে।"

[illegible] পাকুড়ীর এক ব্যক্তির ২ই চৈত্রের পত্রে লিখিত হইয়াছে "মধ্যে মধ্যে [illegible] কোন কোন স্থানে [illegible] প্রবণ করিবার সংবাদ প্রাপ্ত হওয়া যায়, কিন্তু ঐ ঘটনা [illegible] সকলের [illegible] প্রকাশ করিলাম। [illegible] তৃতীয় [illegible] অগ্নি কোন [illegible] স্থান [illegible] করিল, [illegible] পূর্বাভিমুখে গমন করিতে [illegible]। [illegible] করিয়া [illegible] দেখা গেল, কিন্তু নিকটবর্তী কোন স্থানে [illegible] না।"

ইউরোপীয় সমাচার।

লণ্ডন ২৬ এ ফেব্রুয়ারি—[illegible] হইয়াছেন [illegible] হইয়াছেন, সৈন্য সংক্রান্ত ১০০০০০০০ টাকা [illegible] হইয়াছে। পার্লিয়ামেণ্ট মহাসভায় অনেক আবেদন হইয়াছে। গবর্ণমেণ্ট ভারতবর্ষীয় [illegible] প্রার্থিত বিষয়ের অনুসন্ধানার্থ [illegible] সম্মত হইবেন না। আমেরিকার যুদ্ধ [illegible] আছে।

[illegible] নদীতটস্থ [illegible] সৈন্য দক্ষিণ [illegible] হইয়াছে। [illegible] সকলের মুক্তি হইয়াছে। [illegible] আক্রমণ করিতে [illegible] হইয়াছে। [illegible] অধিকার করিয়াছে।

[illegible] প্রার্থনার প্রস্তাব হইয়াছে।

পোলাণ্ডের [illegible] প্রবল হইয়া উঠিতেছে। অনেক যুদ্ধ হইয়া গিয়াছে। উভয় পক্ষেই [illegible] পরাজয় হইয়াছে। ফরাসী গবর্ণমেণ্ট [illegible] চিঠি লিখিয়া [illegible] যে তাহারা [illegible] সহিত যোগ না দেন।

[illegible] পার্লিয়ামেণ্টে [illegible] যোগাযোগ করিয়াছেন এবং বলিয়াছেন যে ইংলণ্ড ও ফ্রান্স পোলাণ্ডের বিষয়ে একমতাবলম্বন করিয়াছেন।

গ্রীসে কিছু দিনের জন্য যে গবর্ণমেণ্ট [illegible] সাধারণে [illegible] তাহা উহাদের [illegible] হইয়াছে। [illegible] হইতে [illegible] নিয়োগ হইবে।

[illegible] মার্চ—[illegible] টাকা [illegible] প্রার্থনা [illegible] হইয়াছেন।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

[illegible] আদেশানুসারে [illegible]

১৬ই মার্চ—২৪ পরগণার [illegible] কালেক্টর [illegible] আইনের অনুসারে [illegible] ডিষ্ট্রিক্ট [illegible] ক্ষমতা পাইবেন।

১৭ই মার্চ—[illegible] চট্টগ্রামের [illegible] বীরভূমের [illegible] কালেক্টর [illegible] ম্যাজিষ্ট্রেট ও ডেপুটী [illegible] ম্যাজিষ্ট্রেট ও ডেপুটী [illegible] ম্যাজিষ্ট্রেট [illegible] থাকিবেন। [illegible] সুপরিণ্টেণ্ডেণ্ট [illegible] ম্যাজিষ্ট্রেট [illegible] থাকিবেন। [illegible] ডেপুটী [illegible] আইনের [illegible]

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু।

সম্প্রতি উত্তরপাড়া গ্রামে একটী বালিকা বিদ্যালয় সংস্থাপিত হইয়াছে। আপাততঃ বাবু রাজকৃষ্ণ মুখোপাধ্যায় বিদ্যালয়ের নিমিত্ত আপনার বৈঠকখানা বাটী দিয়াছেন। এক্ষণে ৫৫টী বালিকা এতদ্বারা শিক্ষা প্রাপ্ত হইতেছে। তাহারা প্রাতঃকালে ৬টা অবধি ৯টা পর্য্যন্ত অধ্যয়ন করে। গ্রামের লোকেরা আহ্লাদ পূর্ব্বক নিজ নিজ বালিকাদিগকে বিদ্যালয়ে প্রেরণ করিতেছেন।

নিম্ন লিখিত মহাশয়েরা মাসিক কিছু কিছু দান করিবেন স্বীকার করিয়াছেন।

বাবু রাজকৃষ্ণ মুখোপাধ্যায়	১৫ টাকা
বাবু বিজয়কৃষ্ণ মুখোপাধ্যায়	১০ টাকা
বাবু নবীন কৃষ্ণ মুখোপাধ্যায় এম এ	৫ টাকা

এবং গবর্ণমেণ্টের নিকটে ত্রিশ টাকার নিমিত্ত সাহায্য প্রার্থনা করা হইয়াছে।

একান্ত বশম্বদ
শ্রীহরিহর চট্টোপাধ্যায়।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয়েষু।

এই ঢাকা জিলার অন্তঃপাতি বিক্রমপুরের অন্তর্গত রাজনগর (পূর্ব্বে যে স্থানে রাজা রাজবল্লভের বাসস্থান ছিল) যেরূপ সমৃদ্ধিশালী ছিল, তদ্বর্ণনে প্রয়োজন নাই, কেবল এই মাত্র বলিলেই আপনার পাঠকগণ বোধ করিতে পারিবেন যে, যত কাল রাজা রাজবল্লভ জীবিত ছিলেন তৎকালে এই রাজনগর ঢাকা জিলার মধ্যে অদ্বিতীয় ছিল। কিন্তু কালের কি কুটিল গতি! ঘটনার কি আশ্চর্য্য মহিমা! কালক্রমে তাহার এরূপ অবস্থান্তর হইয়াছে যে এই রাজনগরের পূর্ব্বকার ইতিবৃত্ত শুনিলে এই রাজনগরকে আর সেই রাজনগর বলিয়া বোধ হয় না। এখনও এস্থানে অনেক ধনাঢ্য লোক আছেন বটে কিন্তু তাঁহারা সকলেই বিদ্যারসাস্বাদনে বঞ্চিত। এখানে প্রায় ৩। ৪ শতাধিক লোকের বসতি হইবে, কিন্তু এমন একটী বিদ্যালয় নাই যে ভদ্রসন্তানগণ সুচারুরূপে শিক্ষা লাভ করিতে পারেন। কিরূপেই বা বিদ্যালয় সংস্থাপিত হইবে, অত্রত্য ধনি সন্তানগণের বিদ্যালয় সংস্থাপন বিষয়ে তাদৃশ উৎসাহ নাই, এবং অধিবাসিগণ বিদ্যার অভাবই প্রকাশ করিয়া থাকেন। সুখের বিষয় কি বলিব অল্পদিন হইল কেবল একটী (অবৈতনিক) বিদ্যালয় সংস্থাপিত হইয়াছে। শ্রীযুক্ত বাবু কৃষ্ণকমল সেন মহাশয় এই বিদ্যালয়ের সংস্থাপন বিষয়ে প্রধান উদ্যোগী। কৃষ্ণ বাবুর অধিক ধন নাই বটে কিন্তু তাঁহার স্ত্রীশিক্ষা বিষয়ে অনুরাগ আছে। তিনি আর একটী কার্য্য সম্পন্ন করিয়াছেন; সে কার্য্যটী এই,—বিগত চৈত্র মাসে এই স্থানে একটী বালিকা বিদ্যালয় স্থাপন করিয়াছেন। বালিকার [illegible] কৃষ্ণ বাবুর ন্যায় উৎসাহশীল হন, এ গ্রামে উৎকৃষ্ট বিদ্যালয় হওয়া কঠিন হয় না।

১৫ফাল্গুন ১২৬৯।

কস্যচিৎ বিক্রমপুর নিবাসিনঃ

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু।

আমার যে নিয়মের প্রতিজ্ঞানুসারে এখানকার ছোট আদালতের বিষয় আপনার পাঠকগণকে অবগত করিতে আর বিলম্ব করা বড় ভাল দেখায় না। এখানে ছোট আদালত সংস্থাপিত হওয়াতে প্রধান সদরআমিনী কাছারি উঠিয়া গিয়াছে। কিন্তু প্রধান সদর আমিনী কাছারির এক জন আমলাকেও আমরা অভিনব আদালতে দেখিতে পাই না। অভিনব আমলাগুলী সকলেই নূতন লোক। ছোট আদালত হওয়াতেই তাঁহারা এখানে পদার্পণ করিয়াছেন। আশ্চর্য্য, সকলেই ব্রাহ্মণ কেবল এক জন নন। তিনি আমাদের পুরাতন কেদার বাবু। কেদার বাবু জজ আদালতে ১০০ শত টাকা বেতনে অনুবাদক ছিলেন। এখন ৫০ টাকা হানির সহিত ছোট আদালতে প্রবেশ করিয়াছেন। অবশিষ্ট আমলাগুলী বেণী বাবুর ভিক্ষাপুত্র, গুরু মহাশয়, গুরুপুত্র, এবং বাটির অধ্যাপনকারিক ব্রাহ্মণ। ইঁহারা বহুদিন বেণী বাবুকে আশীর্ব্বাদ করিয়াছিলেন। এখন তাঁহার পদবৃদ্ধি দেখিয়া তোষণ অর্পণে শকুনির ন্যায় নানাস্থান হইতে আসিয়া জুটিয়া পড়িয়াছেন। বেণী বাবুও তাঁহাদের অনুরোধ এড়াইতে না পারিয়া (ইনি এক জন প্রাচীন সম্প্রদায়ের লোক, ব্রাহ্মণের উপরোধ এড়াইতে কেমনে পারেন) তাঁহাদিগকেই নিযুক্ত করিয়াছেন। যখন ইঁহারা প্রথম নিযুক্ত হন এবং প্রাচীন আমলারা পদচ্যুত হইয়া কাঁদিতে কাঁদিতে বাটী যান তখন আমরা একটি ভাবি শুভ ঘটনার প্রত্যাশা করিয়া তাহাদের দুঃখে বড় কাতর হই নাই। আমরা ভাবিয়াছিলাম যখন বেণী বাবু দেখিয়া শুনিয়া আমলা নিযুক্ত করিতেছেন, তখন অর্থীপ্রত্যর্থীরা আর বড় উৎকোচ দায়ে বিব্রত হইবে না। কিন্তু আমলা মহাশয়েরা আমাদের সে প্রত্যাশাকে বড় অধিক দিন স্থায়ী হইতে দেন নাই। তাঁহারা প্রাচীনদের অপেক্ষা একবারে সরল হইয়া উঠিয়াছেন। না হবেন কেন একেত ব্রাহ্মণ জাতি তাহাতে আবার কর্ত্তার অনুগৃহীত। তিনি জানিতে পারিলেও বড় বিরক্ত হইতে পারিবেন না। হবেন কেন? ব্রাহ্মণ কটাক্ষে ত প্রতিপালন করা নাই। [illegible] বেণী বাবুকে এখন [illegible] কার্য্যের নিমিত্ত প্রত্যহ [illegible] সহিত সাক্ষাৎ করিতে হইতেছে তাহার আর সন্দেহ নাই। এই স্থানে আমাদের কেদার বাবুর বিষয় কিঞ্চিৎ বিশেষ করিয়া [illegible] আবশ্যক। তিনি [illegible] [illegible] অবধি [illegible] সর্ব্বপ্রধান [illegible] [illegible] এবং [illegible]

কেবই [illegible] প্রতি [illegible] কোন [illegible] করিবার [illegible] হলে কি হয় তাহাকে [illegible] আমলা বটে [illegible] নাই। [illegible] কিছুই করিতে পারিতেছেন না। [illegible] বিষয় কি [illegible] বিশেষ করিয়া [illegible] সমাপন [illegible] করিলে তাঁহাকে [illegible] নিকট [illegible] লেখনীকে [illegible] বলিয়া দুষিত করা হয়।

বেণী বাবু [illegible] অতিশয় [illegible] প্রায় প্রত্যহ ৯ টা [illegible] ৫ টা [illegible] বিচার [illegible] তাঁহার বিচারিত [illegible] উকীল মোক্তার ও [illegible] হইতে দেখি নাই। তিনি [illegible] ১০০ [illegible] মোকদ্দমা [illegible] তিনি মিতব্যয়ী এবং [illegible] আমলাদের দোষেই তাঁহার [illegible] ন্যায় [illegible] করিতে এ দোষটি [illegible] দিতে পারে, কেন করেন না।

১৮ মার্চ সন ১৮৬৩।

মেদনীপুর [illegible] একান্ত [illegible]

মান্যবর শ্রীযুক্ত সোম[illegible]

মহাশয়

বি, এ, এম, এ, উপাধিধারী [illegible] মহাশয়!—[illegible] দুই জন বাঙ্গালি ছাত্র [illegible] প্রাপ্ত হইয়াছেন [illegible] প্রকাশ করিয়াছেন [illegible] অনুভব করিলাম কিন্তু [illegible] সকেই নিরানন্দের [illegible] না লিখিয়া [illegible] মহাশয় লিখিয়াছেন [illegible] অধ্যয়ন করেন [illegible] নির্দেশ [illegible] সে [illegible] উপাধিধারীরা [illegible] শিক্ষা [illegible] এম এ উপাধিধারীরা [illegible] অধিকতর যত্নশীল হইয়া [illegible] শ্রমশীলতা ও বিদ্যানুরাগিতা [illegible] শিক্ষার আদর্শ হইতে পারেন সেই কে মহাশয়! এচেষ্টা করিবার যো কি? [illegible] দেখিতেছি [illegible] ও কেহ [illegible] কাল বিলম্ব [illegible] থাকিতে আর [illegible] হইল আর [illegible] এ হউন বা বিলা[illegible] [illegible] তত্ত্বকার্য্যের [illegible] বাবু বা কেহ [illegible] বাবু হইয়া [illegible] [illegible] অবকাশ [illegible]

২৯৯

[illegible] নিয়ম [illegible] লিপিকার্য্যে বিদ্যা বুদ্ধি
[illegible] থাকে। ইহা [illegible] উপাধিধারিদিগের বিলে
[illegible] হইতে পারে না। কেন না অনে
[illegible] পরে আর চিন্তা সম্বরতী হইয়া
[illegible] কার্য্যটা আজ [illegible] প্রসব করে
[illegible] করেন। এস্থলে গবর্ণমেণ্টের
[illegible] করা আবশ্যক. তিনি যে বিষয়ে
[illegible] নিযুক্ত করি
[illegible] এদেশে তত্ত্বাবধারণ
[illegible] হয়। চির দিন [illegible] গুণে গুরু
[illegible] কেন বিদ্বান হউন না তাঁহা-
[illegible] হইই [illegible]। "শাস্ত্রং
[illegible] চিন্তনীয়ং"। এখানকার
এ এম এ উপাধি পাইতে
[illegible] চওড়া মাহিনা দিয়া বি-
[illegible] ইনস্পেক্টর প্রভৃতি আ-
[illegible] কি? ইঁহারা (এতদে
[illegible] বি, এ, এম, এ, এবং
সংযুক্ত? অতএব গবর্ণমেণ্ট
দিগকে পূর্ব্বোক্ত প্রকার বিদ্যা
যুক্ত করেন তাহা হইলে [illegible]
ও পারে। প্রথমতঃ গবর্ণমেণ্ট-
দ্বিতীয়তঃ দেশীয়লোকে [illegible] বি-
। এস্থলে এই প্রশ্ন হইতে পা-
ধধারী ও দেশীয় উপাধিধারী-
[illegible] আছে কি না? যেস্থলে
[illegible], সে স্থলে কোন প্রকার
[illegible] বটে কিন্তু এমত স-
যে বিলাতি উপাধিধারী অ-
[illegible] কৃতবিদ্যের। বহুগুণে
[illegible] এখানকার উপাধিধারীরা
গণনীয় হইবেন? না তাহা
[illegible] (আবশ্যকীয়
[illegible]) কল্যাণে পার পাইয়া-
[illegible] হয় পুস্তক বিশুদ্ধ ইংরাজি
[illegible], হয় ত লিগুলি মরের
[illegible] পদার্পণ করে-
[illegible] কোথায়
[illegible] অপার উপাধিধারী
[illegible] দিগকে যদি গবর্ণ
[illegible] করেন, তাহা হই-
[illegible] হইবে সন্দেহ কি?
[illegible] আর স্বতন্ত্র পরীক্ষা
[illegible] পাওয়া যাইবে।
[illegible] কিছু কাটি-
[illegible] অনুমান প্র-
[illegible] অনেকেই
[illegible] এ উপাধি আর
[illegible] করিয়া বরং এ
[illegible]

শারীরিক কি মানসিক উভয় বিধ পরিশ্রমেই তাঁহা দের রূপচুড়া উৎপাদিত হয়। এজু হইয়া শেষে তাঁহারা কুস্তু বলিয়া বসেন। এদিকে প্রেমের পর কেহ কেহ বিশ্রাম ও বিলাস সুখের রসাস্বাদন করিয়া বিদ্যা সম্বন্ধে একবারে শিথিলপ্রযত্ন হইয়া কেবল ইন্দ্রিয় সেবায় আত্ম সমর্পণ করেন বঙ্গভূমির কেমন মাটির দোষ তাঁহার সন্তান দিগের অধ্যবসায়িতা গুণ প্রায় জন্মে না। অব্যবস্থিতচিত্ততা ও অস্থির প্রতিজ্ঞতা বিষয়ে বঙ্গীয় সন্তান দিগকে কেহ পরাজয় করিতে সক্ষম নহেন নচেৎ আজিও কি মাতৃভাষা এতদীনভাবাপন্ন থাকেন? না কৃষি বাণিজ্যাদির এমত দুরবস্থা দৃষ্ট হয়? মহাশয়! এম এ দিগকে বাঙ্গলা ভাষার দৈন্য দূর করিতে অনুরোধ করিয়াছেন সমেষ্ট রহিল। বাঙ্গালি ভায়ারা ঘরের খেয়ে বনের মহিষ তা ড়ান না; যে পথিতে বাঙ্গালা ভাষা উন্নত পদে প্রতিষ্ঠিত হইতে পারে পরে তদ্বিষয়ে আমি স্বভিপ্রায় প্রকাশ করিব এই পর্য্যন্ত রহিল।

শ্রীকৃষ্ণপুর

৮ই চৈত্র বর্দ্ধমান ১২৬৭।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহোদয়েষু।

এখানকার তোপখানার এক গোরার স্ত্রী ব্যভিচার দোষে লিপ্ত ছিল। অল্প দিন হইল, তাহার বাটিতে সেই তোপখানার অপর এক গোরা ঐ ব্যভিচারিণীর সহিত আমোদ প্রমোদে কালহরণ করিতেছিল এমন সময়ে তাহার স্বামী বাটিতে আসিয়া দেখিয়া রাগান্ধ হইল এবং তৎক্ষণেই ঐ উপপতির প্রাণসংহার করিল। অনন্তর সৈন্য সংক্রান্ত বিচারালয়ে ঐ স্ত্রী এবং তাহার পতি (ঐ হত্যাকারি গোরা) উভয়ের দোষ প্রমাণ হইল এবং ঐ অষ্টা স্ত্রীকে কারাবাসের আজ্ঞা ও হত্যাকারিকে ফাঁশির আজ্ঞা দিয়া প্রধান সেনাপতির মঞ্জুরী জন্য দিয়াছিল। সম্প্রতি ঐ আজ্ঞা মঞ্জুর হইয়া আসিয়াছে এবং ফাঁশি দিবার দিনস্থির হইয়াছিল। কিন্তু ঐ হত্যাকারী এতদিন কারাগারে বদ্ধ ছিল, ঐ সমাচার শুনিয়া গত পরশ্ব রাত্রিতে কারাগারের দ্বার ভাঙ্গিয়া পলায়ন করে। খুঁজ করিবার জন্য সর্ব্বস্থানে লোক প্রেরণ করা হইয়াছিল এবং অনেক অনুসন্ধান করিয়া এখানকার নিকটবর্ত্তি একস্থানে তাহার মৃত দেহ পাওয়া গিয়াছে। শুনিতে পাই ঐ গোরা পথিমধ্যে এক ক্ষুর দ্বারা আত্মহত্যা সম্পাদন করিয়াছে।

৫। ৭ দিন হইল এখানে পুনর্ব্বার পঙ্গপাল [illegible] রা হইবেক ইহাতে অনেকে [illegible] হইয়া অনেক পঙ্গপাল মারিয়া ফেলিয়াছে।

মোকাম রাওলপিণ্ডি ৪ ঠা মার্চ ১৮৬১

কোন এক পাঠক।

প্রাপ্ত মূল্য

শ্রীযুক্ত বাবু চৈতন্যচন্দ্র সরকার	কুমিল্লা
১২৬৯ মাঘ হইতে ৭০ আষাঢ় পর্য্যন্ত কো০	৫৷০
মাধবচন্দ্র তর্কসিদ্ধান্ত	বাঁশ
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ শ্রাবণ পর্য্যন্ত	৫৷০
,, শাখা পোষ্টমাষ্টার লিটল্	পাইকপাড়া
১২৬৯ কার্ত্তিক হইতে ৭০ আশ্বিন পর্য্যন্ত	১০
,, কৃষ্ণধন চক্রবর্ত্তি	তমলিক
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত	১০
টি এইচ ওয়াবর্টি সাহেব	কলিকাতা
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ শ্রাবণ পর্য্যন্ত	৫৷০

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটী

বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে মফস্বলে সোমপ্রকাশ প্রেরণ করা যায় না।

উহার অগ্রিম মূল্য বার্ষিক ১০ এবং বাণ্মাষিক ৫৷৷ টাকা, ছয় মাসের ন্যূনে লওয়া যায় না।

যাঁহারা সোমপ্রকাশের মূল্য স্ট্যাম্প টিকিট পাঠান তাঁহারা এক অথবা আধ আনার অতিরিক্ত মূল্যের ও রসীদের টিকিট না প্রেরণ করেন।

যখন যিনি মফস্বল হইতে সোমপ্রকাশের মূল্য পাঠাইবেন তাহা যেন রেজিষ্টারি করেন।

পূর্ব্বপ্রদত্ত মূল্যের কাল অতীত হইলে মূল্য পাঠাইতে কেহ যেন অনর্থক বিলম্ব না করেন।

যাঁহাদিগের মূল্য দিবার সময় অতীত হইয়া যাইবে, ন্যূনকল্প ১ সময় প্রতীক্ষা করিয়া প্রথমে সোমপ্রকাশে প্রচার করিয়া তাহার পর চিঠি লিখিয়া জানান হইবে, যদি তাহাতে কোন উত্তর অথবা মূল্য না পাওয়া যায় কাগজ বন্ধ হইবে। মূল্যের নিমিত্ত চিঠি পোষ্টপেড করিয়া পাঠান হইবে। কলিকাতা সংস্কৃত কালেজে আমাদিগের নামে চিঠি আইলে আমরা শীঘ্র পাইব।

যাঁহার যখন সোমপ্রকাশ পরিত্যাগ করিবার ইচ্ছা হইবে চিঠি লিখিয়া না জানাইলে তাহা গ্রাহ্য করা যাইবে না।

কেহ সোমপ্রকাশে বিজ্ঞাপন দিতে ইচ্ছা করিলে তাঁহাকে প্রথম বার প্রতি পংক্তি ৫০ আনা দ্বিতীয় বার /১০ আনা তৃতীয় বার /০ আনা দিতে হইবে। তাহার পর ১২৷০ টাকা কমিসন বাদ দেওয়া যাইবে।

[illegible] যাঁহারা গ্রাহক হইবেন, তাঁহাদিগের [illegible] হইবে।

[illegible]

[illegible]

সোমপ্রকাশ

... [illegible] ... ন ত্যায়তা। ৭

[illegible] ভাগ । ২১ সংখ্যা। { সন ১২৬৯ । ২৫এ চৈত্র । ই, ১৮৬৩ । ৬ই এপ্রেল } মাসিক মূল্য ১ টাকা। বার্ষিক অগ্রিম ১০ টাকা।

সোমপ্রকাশ।

২৫এ চৈত্র সোমবার

আমরা শুনিয়া আনন্দিত হইলাম, ভবানীপুরের যে সকল দরিদ্র ব্যক্তির [illegible] সর্বস্বান্ত হইয়াছে, হাই কোর্টের জজ বাবু শম্ভুনাথ পণ্ডিত উদ্যোগী হইয়া তাহাদিগের সাহায্যার্থ চাঁদা করিয়াছেন। আদালতের [illegible] চাঁদাস টাকা দিয়াছেন। কে কত দিয়াছেন, তাহার ফর্দ আমাদিগের হস্তগত হয় নাই। এই নিমিত্ত আমরা তাহা পাঠকগণের গোচর করিতে পারিলাম না। এ দান যে অধিকতর প্রশংসনীয়, তাহা বলা বাহুল্য। শুনা গেল শম্ভুনাথ বাবু ৫০০ টাকা দান করিয়াছেন। তিনি এই ৫০০ টাকা দিয়া যে যশঃ ও পুণ্য অর্জন করিলেন, কোন গর্বে ৫০০০ টাকা ব্যয় করিয়াও তাহা পারিতেন না।

৩০৭

অনরেবল সি. জে আরস্কিন সাহেব বোম্বাইয়ের জজ হওয়াতে বিশ্ব বিদ্যালয়ের সহকারী সভাপতি (বাইস চান্সেলরের) পদ শূন্য হয়। সমাচারপত্রসম্পাদকেরা ঐ পদে আপনাদিগের মনোমত লোক নিয়োজিত করিবার নিমিত্ত ব্যস্ত হইয়াছিলেন। কেহ সর চার্লস ট্রিবিলিয়নকে, কেহ গবর্ণর জেনরলের কৌন্সিল সভার ব্যবস্থাজ্ঞ সভ্য অনরেবল সমনর মেইন সাহেবকে, কেহ প্রসিদ্ধ ডাক্তার ডফ সাহেবকে ঐ পদে বরণ করিয়াছিলেন। এরূপ স্থলে গবর্ণমেণ্ট কৃত নিয়োগ দ্বারা সকল পক্ষের মনোরঞ্জন হওয়া কঠিন। কিন্তু গবর্ণমেণ্ট যে ব্যক্তিকে তৎপদে নিয়োজিত করিয়াছেন, বোধ হয়, ২।১ জন ব্যতিরেকে সকল পক্ষেরই তাহাতে সন্তোষ জন্মিয়াছে। মেইন সাহেব সেই পদে প্রতিষ্ঠিত হইয়াছেন। [illegible] লায়, বিদ্যা, বুদ্ধি ও ক্ষমতা অংশে [illegible] কেহই ন্যূন নহেন। কিন্তু [illegible] কে আমরা প্রাধান্য প্রদান [illegible] তাহার কারণ এই, সর চার্লস [illegible] য়ন ও ডফ সাহেবের এক একটি [illegible] দোষ আছে। বিশ্ব বিদ্যালয় [illegible] সেই দোষ অনর্থের নিমিত্ত হইতে [illegible] চার্লস ট্রিবিলিয়ন অত্যন্ত [illegible] তঃ এ দেশের যাবতীয় ভাষাকে [illegible] অক্ষরে মুদ্রিত করিবার প্রথা প্রবর্ত্তি[illegible] বার চেষ্টায় আছেন। তাঁহার [illegible] লয় সম্পর্ক হইলে ঐ বিষয়ে [illegible] বিপ্লব উপস্থিত হইয়া উঠিত। [illegible] ব খৃষ্ট ধর্মে মত্তপ্রায়। তাঁহার [illegible] লয় সম্বন্ধ হইলে সমুদায় কার্য [illegible] সম্পন্ন হওয়া সম্ভাবিত নয়। [illegible] ব তাঁহাদিগের ন্যায় কোন বিষয়ে [illegible] হেন। তিনি অপক্ষপাতচিত্তে [illegible] করিয়া সমুদায় বিষয়ের সুন্দর [illegible] করিতে সমর্থ হইবেন সন্দেহ নাই।

৩০৭

মহম্মদ মসিন ও মাদরসা কালেজ।

মাদরসা কালেজের অধ্যক্ষ [illegible] সাহেব হুগলীর মহম্মদ মসিন [illegible] উঠাইয়া দিবার প্রস্তাব করিয়াছেন। তিনি বলেন আরবী ও পারসী ভাষা শিক্ষার্থ [illegible] লিকাতায় এক মাত্র বিদ্যালয় থাকিলেই যথেষ্ট হইবে। মৌলবী আবদুল [illegible] [illegible] নাম সমাজের [illegible]

বলেন মহম্মদ মসিন আরবী তাঁহার অনুষ্ঠানের জন্য নিজ নামে কালেজ স্থাপন করিয়া বিস্তর অর্থ দিয়া যান, এক্ষণে সেই বিদ্যালয় উঠাইয়া দিলে দাতার উদ্দেশ্যের বিরুদ্ধ কার্য্য হইবে, গবর্ণমেণ্ট ন্যায় ও যুক্তি অনুসারে এ কার্য্য করিতে [illegible] হন না। মৌলবী আবদুল লতিফ [illegible] যুক্তি প্রদর্শন করিয়াছেন, তাহা সহসা খণ্ডন করা যায় না বটে, কিন্তু যদি অনুধাবন করিয়া দেখা যায়, তাহা অখণ্ডনীয় [illegible] প্রতীয়মান হয়না। মহম্মদ মসিন লোকের উপকারার্থই অর্থ দান করিয়া [illegible]। এ কার্য্য দ্বারা অধিকতর উপকারের সম্ভাবনা আছে, তাদৃশ বিষয়ে সেই অর্থ ব্যয়িত হইলে তাঁহার অপ্রীতি [illegible] সম্ভাবনা কি? ঐ অর্থ যদি সাধারণের শিক্ষার্থ প্রদত্ত হয়, দেশের অধিক [illegible] উপকার হইবে, তাহা হইলে তাঁহার আত্মার প্রীতি না জন্মিবে কেন? তবে [illegible] ঐ টাকা শিক্ষা কার্য্যে না দিয়া [illegible] কার্য্যে ব্যয় করেন, তাহা হইলে [illegible] লতিফ যে আপত্তি করিতেছেন, তাহা অবশ্যই আদরণীয় হইবে।

[illegible] গণনা করিয়া যদি কার্য্যাকার্য্য বিবেচনা বৈধ হয়, তাহা হইলে আমাদিগের মতে কেবল মহম্মদ মসিনের কালেজ কেন মাদরসা উঠাইয়া দেওয়াও [illegible]। ঐ উভয় কালেজ হইতে এপর্য্যন্ত [illegible] কোন উপকার হয় নাই, হইবেও এরূপ সম্ভাবনা নাই। কয় জন সুশিক্ষিত ছাত্র এই বিদ্যালয় হইতে বাহির হইয়া নিজে যশোলাভ ও দেশের উপকার সাধন করিয়াছেন? আরবী ভাষা মুসলমানদিগের কেবল ধর্ম্মার্থ শিক্ষা করা, এই ভাষায় কোরাণ লিখিত আছে বলিয়া তাঁহারা তাহা শিক্ষা করেন। ঐ ভাষা ভারতবর্ষীয় ভাষা নহে। মুসলমানদিগের মাতৃভাষা নাই। সংস্কৃত ভাষা হইতে যেমন ভারতবর্ষের যাবতীয় নূতন ভাষা উৎপন্ন হইয়াছে, আরবী হইতে কি সেপ্রকার কোন নূতন ভাষার সৃষ্টি হইয়াছে? উহার দ্বারা কি কোন ভাষার উন্নতি সাধন সম্ভাবনা আছে? ফলতঃ এক্ষণে এ দেশবাসী মুসলমানেরা বাঙ্গালি হইয়া পড়িয়াছেন। তাঁহাদিগের ইংরাজী ও বাঙ্গালা উভয় ভাষা শিক্ষা করিলে যদ্রূপ উপকার দর্শিবার সম্ভাবনা আছে, আরবী ও পারসী ভাষা শিক্ষায় তাহার [illegible] অংশের একাংশও উপকার সম্ভাবনা নাই। এক্ষণে মাদরসায় প্রতিবৎসর ৩৩,২০০ ও মহম্মদ মসিনে ৬৩,৭১২ টাকা ব্যয় হইতেছে। এই এক লক্ষ টাকা কি অন্য প্রকারে ব্যয় করিলে অধিক উপকার হয় না? ঐ এক লক্ষ টাকা প্রতিবৎসর সাধারণ শিক্ষাকার্য্যে ব্যয়িত হইলে মহত্তর উপকার দর্শিতে পারে। তবে মুসলমানদিগের স্বতন্ত্র বাঙ্গালা ও ইংরাজী শিক্ষার্থ কলিঙ্গা স্কুল নামে যে স্কুলটি আছে উল্লিখিত মূলধন হইতে কিছু অর্থ লইয়া উহাকে উৎকৃষ্ট করিয়া তুলা উচিত। পারসী ও আরবী ভাষা এক কালে উঠিয়া যায় আমাদের এরূপ অভিপ্রেত নহে। বিশ্ববিদ্যালয়ে যদি এই দুই ভাষার এক এক জন অধ্যাপক রয় তাহা হইলেই চরিতার্থতা হইল। এই দুটি বিদেশীয় ভাষার জন্য এত ব্যয় ও এত আড়ম্বরের কোন প্রয়োজন নাই।

মেলা।

বঙ্গদেশীয় গবর্ণমেণ্টের সেক্রেটারি গেজেটে প্রকাশ করিয়াছেন, ১৮৬৪ অব্দের জানুয়ারি মাসে আলীপুরে লেপ্টনেণ্ট গবর্ণরের বাটির সম্মুখে কৃষি জাতাদি দ্রব্য প্রদর্শনার্থ একটী মেলা হইবে। গবর্ণমেণ্টের অনুরোধে কৃষিসমাজ এ বিষয়ে সা[illegible]ম করিতে [illegible] হইয়াছেন। ইহা নিম্ন লিখিত ব্যক্তিরা ঐ সভার অন্তর্নিবিষ্ট হইবেন।

এ গ্রোট সাহেব।
ব্রিগেডিয়ার জেনরল সাউথার্স, সি বি।
সি, এফ মণ্টেগ্ন।
সি পি হব হৌস।
অনরেবল এ. ইডেন।
লেপ্টনেণ্ট কর্ণেল এচ, সি, জেম্স।
টি আণ্ডার্সন এম, ডি।
জে. বেক উইথ।
ডবলি.উ. ফাওয়ার্থ।
ডগলাস ষ্টুয়ার্ট।
এস, পি. গ্রিফিথ।
বাবু প্রসন্নকুমার ঠাকুর।
রামগোপাল ঘোষ।
মৌলবী আবদুল লতিফ।

গো, মেষ, মহিষ, পক্ষী, ও অন্য অন্য পোষিত জন্তু, কৃষির যন্ত্র ও অস্ত্র, ও নানা প্রকার কৃষিজাত দ্রব্য প্রদর্শিত ও তৎপরে তাহা বিক্রীত হইবে। আমাদিগের দেশের লোকের বিষয় বিশেষে বিলক্ষণ জিগীষা আছে। উহা যদি এ বিষয়ে প্রদর্শিত হয়, এদেশের অনেক বিষয় উৎকর্ষ লাভ করিতে পারে। আমাদিগের দেশে কৃষি সাধন সেই মান্ধাতার সময়ের লাঙ্গল রহিয়াছে! সেই অস্থি চর্ম্মাবশিষ্ট বলদ রহিয়াছে! সেই শ্রম কাতর ক্ষীণজীবী কৃষক রহিয়াছে। প্রতিযোগিতা হইলে এই সকল বিষয়ে উন্নতি হইবার বিলক্ষণ সম্ভাবনা আছে। আমাদিগের ইচ্ছা এই মফস্বলে দ্রব্য সংগ্রহ ও কৃষি প্রভৃতির উৎকর্ষ সাধন জন্য এক একটি সভা হয়। জমীদারেরা কৃষিকার্য্যের উন্নতি সাধনার্থ কেমন উৎসাহ দেন, এই বারে তাহার পরীক্ষা হইবে।

বীডন সাহেব কণ্ট্রাক্ট বিলের প্রস্তাব করিয়া লোকের যেমন বিরাগ ভাজন হইয়াছিলেন, এই সকল কার্য্য দ্বারা তেম[illegible] [illegible]। আমাদি

পের দেশের জমীদার ও ভূম্যধিকারীরা যে শিক্ষা কার্য্যে সবিশেষ মনোযোগ করেন, তদ্বিষয়ে তাঁহার বিলক্ষণ যত্ন আছে। ঐ উভয়ের শিক্ষাই এদেশের শ্রীবৃদ্ধি লাভের প্রধান উপায়। এতদ্বিষয় অনেক দিবসে তাঁহার উদ্যোগ ও যত্ন দৃষ্ট হইতেছে। ফলতঃ দুই একটী কাজ দেখিলে প্রথমে তাঁহার প্রতি আমাদিগের যে কিছু অনাস্থা জন্মিয়াছিল, তাহা ক্রমে দূর হইতেছে।

নূতন বাঙ্গলা গ্রন্থের তত্ত্বাবধানের আবশ্যকতা।

জ্ঞানোদয়পত্রিকা লেখক যথার্থ কথাই কহিয়াছেন "বাঙ্গলা ভাষা বেওয়ারিশ; যিনি যা মনে করিতেছেন, তিনি তাহাই লিখিতেছেন। দিন দিন কত যে বাঙ্গলা গ্রন্থ হইতেছে, তাহার ইয়ত্তা নাই, কতই যে নূতন নূতন গ্রন্থকার দিন দিন আমাদিগের দৃষ্টিপথে উপস্থিত হইতেছেন, তাহার সংখ্যা নাই; নূতন গ্রন্থকারদিগের কল্যাণে দিন দিন কত যে বাঙ্গলা মুদ্রা যন্ত্রের সংখ্যা বৃদ্ধি হইতেছে, তাহার গণনা নাই। বাঙ্গলা ছাপাখানায় প্রায় অবসর দেখিতে পাওয়া যায় না, সকলেই বাঙ্গলা গ্রন্থ লইয়া ব্যতিব্যস্ত। আমরা বাঙ্গলা গ্রন্থের দিন দিন সংখ্যা বৃদ্ধি দর্শন করিতেছি বটে, কিন্তু বাঙ্গলা ভাষার উন্নতি হইতেছে বুঝিয়া আমাদিগের অন্তঃকরণ প্রফুল্ল হইতেছে না। প্রত্যুত আমাদিগের দিন দিন এই সংস্কার জন্মিতেছে যে উল্লিখিত গ্রন্থরাশি দ্বারা বাঙ্গলাভাষার উপকার না হইয়া বরং অপকার হইতেছে। ঐ সকল গ্রন্থ দ্বারা যে বাঙ্গলা ভাষার সম্পত্তি বৃদ্ধি হইল, আমরা কস্মিন্কালেও এরূপ বিবেচনা করি না। চিরজীবী হইয়া বাঙ্গলা দেশের কল্যাণ সাধনে সমর্থ হইবে, উহার মধ্যে এরূপ গ্রন্থ অতি অল্প আছে। উহা গ্রীষ্মঋতুর পতঙ্গের ন্যায়, গ্রীষ্মের অবসান হইলেই উহা বিলয়প্রাপ্ত হইবে। ঐ সকলের অকাল মৃত্যু হইবে বলি। আমরা দুঃখিত নহি। আমাদিগের দুঃখের বিষয় এই, উহা বাঙ্গলা ভাষার অধিকতর অনিষ্ট করিতেছে, আরো করিবে এরূপ সম্ভাবনাও আছে। সেই অনিষ্ট গুলি সামান্য ও উপেক্ষণীয় নহে। উহা দ্বারা বাঙ্গলা ভাষার বিকৃত দশা উপস্থিত হইবার সম্ভাবনা হইয়াছে।

অধিকাংশ গ্রন্থেই দেখিতে পাওয়া যায় রচনা বাঙ্গলা ভাষার বিশুদ্ধ রীতির অনুসারিণী নহে। এ দেশে বাল্যবিবাহ প্রচলিত থাকাতে যেমন অনেকে অর্থোপার্জ্জন ক্ষমতা অর্জ্জন করিবার অগ্রে পুত্রের জন্মদাতা হয়, সেইরূপ অনেকে শব্দ প্রয়োগ শিক্ষা করিবার অগ্রেই গ্রন্থকার হইয়া বসেন। বাঙ্গলা ভাষায় কোন্ স্থানে কর্ত্তৃপদ, কোন্ স্থানে ক্রিয়ার বিশেষণ, কোন স্থানে কেমন শব্দ প্রয়োগ করিতে হয়, গ্রন্থকারদিগের অনেকে তাহা অবগত নহেন। "শবদাহ ও মরাপোড়ান" একার্থ বোধক এই দুটি যুগ্মচারী শব্দ আছে, ইহার যদি ব্যতিক্রম করিয়া যোগ করা যায় যথা—শব পোড়ান অথবা মড়াদাহ, তাহা যেমন কর্ণের ক্লেশকর হয়, সেইরূপ নূতন গ্রন্থকারদিগের অযথাস্থান প্রযুক্ত শব্দ সকলও শ্রবণ যুগলের অতিশয় অসুখকর হইয়া থাকে।

আমরা উপরে যে সকল গ্রন্থের গুণ ব্যাখ্যা করিলাম, তাহা যদি স্কুল স্থানে আদৃত না হইত, তাহা হইলে আমরা এ বিষয়ের প্রসঙ্গ করিতাম না। কিন্তু আমরা সচরাচর দেখিতে পাই, উল্লিখিত গ্রন্থের অধিকাংশ গবর্ণমেণ্ট বিদ্যালয়ে ব্যবহৃত হইয়াছে। গবর্ণমেণ্ট বিদ্যালয়ে ব্যবহৃত হইবার কারণ এই, গ্রন্থকারেরা অনুরোধ প্রভৃতি নানা প্রকার কৌশলে ইনস্পেক্টর ও ডেপুটি ইনস্পেক্টরদিগকে বশীভূত করিয়া সেই সেই গ্রন্থ বিদ্যালয়ে প্রচলিত করিবার চেষ্টা পান। অনুরোধের এমনি গুণ, যে উহা নিকৃষ্ট গুণবান বলিয়া পরিচিত করিয়া ... বং তাঁহারা সেই সেই গ্রন্থ তুল্য বোধ করিয়া ত... পন অধীনস্থ বিদ্যালয় স... করিয়া দেন। ফলতঃ ইহা ... ভাষার রোগস্বরূপ হইয়াছে. ... কারের উপায় কি? একটী ... সে এই, যাঁহাদিগের উপরে ... স্কু প্রধান অধ্যক্ষতা ভার ন... বাঙ্গলা নূতন গ্রন্থের গুণ দোষ ... তত্ত্ব যথার্থ এক সভা নিযুক্ত ... সভ্যেরা পরীক্ষা করিয়া যে গ্রন্থকে উ... ৎকৃষ্ট ও নির্দ্দোষ জ্ঞান করিবেন, সেই ... গ্রন্থ বিদ্যালয়ে ব্যবহৃত হইবে। এরূপ হইলে দুটি শুভ ফল লাভের সম্ভাবনা ... হে। এক, গুণের সমাদর করা ও উৎসাহ দেওয়া হইবে; যাহাদিগের যথার্থ ক্ষমতা আছে, তাঁহারা উহা দ্বারা প্রোৎসাহিত হইয়া গ্রন্থ প্রণয়নে প্রবৃত্ত হইবেন; ... যাহাদিগের ক্ষমতা নাই, তাঁহারা বৃথা ... অনুৎসাহ হইয়া তৎকার্য্য হইতে নিবৃত্ত হইবেন। সভার বিষয়ে একটী ... দোষ আছে, যে সে ব্যক্তিকে সভ্য ... প্রতিষ্ঠিত করিলে কার্য্য চলিবে না, ... সকল ব্যক্তির বাঙ্গলার দোষ গুণ বিচার করিবার বাস্তবিক ক্ষমতা আছে ... বাঙ্গলা রসজ্ঞ ব্যক্তিদিগকেই সভ্যপদে নিয়োজিত করিতে হইবে, অন্যথা ... ষতর অনিষ্ট ঘটিয়া উঠিবে।

... সভা ও ... নিদর্শন পত্র।

... সভা ... বিষয়ের দোষ প্রদর্শন করিয়া যে ... প্র করিয়াছেন, আমরা উহার এক খণ্ড ... হইয়াছি। উহা পাঠ করিয়া আমরা ... তোষ লাভ করিলাম। সভার যেমন নাম ... কৌতুক উৎসাহ ...

…বৃত্তান্ত আমরা পাঠকগণের নয়ন…স্থিত করিয়া দিতেছি। তাঁহারা আ…র উৎকর্ষ পরীক্ষা করুন। …রীক্ষা করিবার পূর্ব্বেই আম…উহার এই একটী উৎকর্ষের…ন করিতেছি যে ইংলিসম্যান…র প্রতি বিদ্বেষ প্রকাশ করি…

প্রথমে এই বলিয়া আক্ষেপ ক… যে কলিকাতার ৩০ জন ইউরো…১৮ জন মাত্র এদেশীয় অবৈতনিক…স্ট্রেট আছেন, অথচ এদেশীয় করদা…সংখ্যাই অধিক, অতএব সংখ্যা সমান করিলে জষ্টিস (বিচারপতিদিগের)…দ্বারা কার্য্য নির্ব্বাহের যে প্রস্তাব…হইয়াছে, তাহা সঙ্গত হইতেছে না। …র, জষ্টিস সভা দ্বারা সভাপতি…সহকারী সভাপতি নিয়োগের যে প্র…করা হইয়াছে, তাহা রহিত করিয়া…র্ণমেন্ট উঁহাদিগকে নিয়োজিত করেন, …ই রূপ বিধি করাই উচিত। তাহা না…রিলে এই কর্ম্মচারিদিগকে মনোনীত ক…বার সময়ে উভয় জাতীয় জষ্টিসদিগের…পরস্পর বিবাদ ও অন্যায় উপায় অবল…ন করিয়া মত গ্রহণ চেষ্টা হওয়া অসম্ভা…বিত নয়। সভা এস্থলে ইংলণ্ডীয় মহা…সভার প্রতিনিধিগণের উৎকোচ দিয়া…সভ্য হইবার চেষ্টার বিষয় ইঙ্গিতে উল্লেখ করিয়াছেন। সভা আরো বলেন, মিউনি…সিপাল সভাপতির হস্তে পুলিসের ভার…দেওয়া অনুচিত। উভয় কর্ম্ম করিতে গিয়া…তিনি কোন কর্ম্ম সুচারুরূপে নির্ব্বাহ করি…তে পারিবেন না। আর, সভাপতিকে ২০০০…ও সহকারীকে ১০০০ টাকা বেতন দিলেই পর্য্যাপ্ত হইবে। ঐ বেতনে একজন উপ…যুক্ত বিজ্ঞানবিৎ লোক পাওয়া যাইতে পারে; বিশেষতঃ ২০০০ টাকা এক জেলা…জজের বেতনের সমান।

কার্য্যপ্রণালীর বিষয়ে সভা উপ…য করিয়াছেন, অন্ততঃ আট জন জষ্টিস উপস্থিত না থাকিলে জষ্টিস সভার কার্য্যারম্ভ হইতে পারিবে না, এরূপ নিয়ম করা কর্ত্তব্য। আফিসের সমুদায় কাজের ভার সভাপতির হাতে না দিয়া সহকারী সভাপতি ও সেক্রেটারির হস্তে দেওয়াই কর্ত্তব্য। সভাপতি নগরের অবস্থা দর্শন করিবেন। বাৎসরিক আয় ব্যয়ের উপরে লেপ্টেনন্ট গবর্ণরের ক্ষমতা থাকা উচিত নহে, নগরের যে যে বিভাগের অবস্থা ও অভাব অনুসারে সংগৃহীত অর্থ ব্যয় করা কর্ত্তব্য। দোকানের করের বিষয়ে তাঁহারা বলেন, কেবল দরমায়ের উপরে বাৎসরিক আট টাকা কর ধার্য্য না করিয়া দ্রব্যের মূল্য ধরিয়া করিলে ভাল হয়। অর্থাৎ দুই শত অথবা অধিক টাকার দোকানে আট টাকা ও তাহার স্থানে তিন টাকা করা কর্ত্তব্য। পাইকেড়ে, কাঁচ, তরকারী ওয়ালা প্রভৃতির উপর কর ধার্য্য করা সভার নিতান্ত অনভিমত। এবিষয়ে আমরা যাহা বলিয়াছিলাম, তাঁহারাও সেইরূপ কহিয়াছেন।

বাটীর কর এক্ষণে বাৎসরিক সম্ভাবিত ভাড়ার শতকরা সাড়ে সাত টাকা লওয়া হইয়া থাকে। বিলে দশ টাকা পর্য্যন্ত করিবার প্রস্তাব হইয়াছে। সভা। স্পষ্টাভিধানে ইহার প্রতিবাদ করিয়াছেন। গত বৎসর যে কমিসন নিযুক্ত হইয়াছিলেন, তাঁহারা যখন শতকরা সাড়ে সাত টাকা শেষ সীমা বলিয়া নির্দ্দেশ করিয়াছিলেন, তখন আর বৃদ্ধি করা যুক্তিসিদ্ধ নহে। বিলের এক স্থলে লিখিত হইয়াছে বাটীর নিকটে যে পতিত স্থান থাকিবে তাহার কর দিতে হইবে। এই পতিত স্থান কাহাকে বলে? যদি অঙ্গন অথবা উদ্যান উহার অর্থ হয়, তাহার কর লওয়া অন্যায়, উহার দ্বারা অধিকারীকে দুই প্রকারে ক্ষতিগ্রস্ত করা হইবে। অপর, [illegible] তবে কি প্রকারে সর্ব্বত্র এক প্রকার ভাড়া লওয়া বিধেয় হইবে? সভা এই নিমিত্ত প্রস্তাব করিয়াছেন যে অন্যূন দুই জন জষ্টিস অথবা একজন বিশ্বস্ত কর্ম্মচারী স্বচক্ষে সমুদায় দর্শন করিয়া স্থান ভেদে কর ভেদ করেন। সভা আরো বলেন, ধর্ম্মালয়ের ন্যায় হিন্দুদিগের মৃত্যু কালে থাকিবার ঘর (গঙ্গাদেবীর ঘর) প্রভৃতির করও লওয়া উচিত নয়। এস্থলে মুসলমানদিগের কবর স্থানের ঐ রূপ কর মুক্তি প্রার্থনা করা সভার উচিত ছিল। মিউনিসিপাল বিলে পূর্ণ বাটীর অর্দ্ধেক কর লইবার প্রস্তাব হইয়াছে, সভা তাহার প্রতিবাদ করিয়াছেন। তাঁহারা বলেন তাহা হইলে ভাড়াটিয়া বাটী করিয়া মূলধন বিনিয়োগের ব্যাঘাত জন্মিবে। কোন্ ব্যক্তি অনুপস্থিত ভাড়াটে লোকের আশু কর দিয়া ক্ষতি সহ্য করিবেন? পয়ঃপ্রণালীর বিষয়ে সভা বলেন হিন্দুরা ঐ জল ব্যবহার করিতে পারেন না। অতএব তাঁহাদিগের নিকটে অন্য অন্য শ্রেণীর ন্যায় সমান কর লওয়া অন্যায়, তাঁহাদিগের নিমিত্ত নূতন পুষ্করিণী প্রভৃতি খনন করা ও পুরাতন পুষ্করিণীর সংস্কার করা উচিত।

ড্রেনের বিষয়ে সভা বলেন যদি এ… নির্দ্দিষ্টভার কার্য্য করাই [illegible] হয় তাহা হইলে ঐ টাকা ভারতবর্ষীয় ধনাগা…হইতে দেওয়া কর্ত্তব্য। ভারতবর্ষের প্র…ধান রাজধানীর শোভার ও স্বাস্থ্যের জন্য সাধারণ ধনাগার হইতে দেওয়া অন্যায় নহে। যদি ভারতবর্ষীয় গবর্ণমেন্ট আপত্তি করেন তাহা হইলে কিয়দ্দিবসের জন্য অর্থাৎ যত দিন ঐ কার্য্য সম্পূর্ণ না হ…তত দিনের জন্য বিশেষ কর লওয়া উচিত। এই কর সকল কর প্রদাতার নিক…হইতে সমান রূপে লওয়া উচিত নহে…বিভাগের লোকদিগের অধিক উপক…হইবে তাঁহারা অধিক টাকা দিবেন। মি… [illegible] যে কর্ম্ম করিতেছেন, ক…

পরিশোধ করিবার জন্য প্রতি বৎসর দেড় লক্ষ টাকা রাখা উচিত। গঙ্গার রাস্তা মিউনিসিপাল সম্পত্তি করা উচিত, তথায় বাণিজ্যের কর স্বরূপ যে টাকা আদায় হইবে তাহা নগরের শোভার জন্য ব্যয় করা আবশ্যক। সভা খালের মাসুল লইয়াও মিউনিসিপাল করের অন্তর্নিবেশিত করিতে কহিয়াছেন। ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের খাল খননে যে ব্যয় হইয়াছে, সভা ক্রমশঃ তাহার পরিশোধ করিতে প্রস্তুত আছেন। সভা নগরের লোক সংখ্যা, জন্ম ও মৃত্যুর হিসাব করিবার প্রস্তাবে অনুমোদন করিয়াছেন। তবে তাঁহারা বলেন এতদ্দেশীয় স্ত্রীলোকের নাম প্রকাশ করিবার রীতি না থাকাতে সংখ্যা ও বয়স দিলে পর্য্যাপ্ত হইবে। আর, মৃত্যু সংবাদ আট দিনের মধ্যে না দিয়া ছয় সপ্তাহের মধ্যে দিবার নিয়ম করিলে ভাল হয়, ঐ সময়ের মধ্যে অশৌচান্ত ও শ্রাদ্ধাদির গোল শেষ হইয়া যাইবে। কর দিতে বিলম্ব হইলে এক বিজ্ঞাপন দেওয়া হইবে। পাঁচ দিনের ভিতর না দিলে এক টাকা জরিমানা স্থির হইয়াছে। সভা বাঁধা জরিমানা দিবার নিয়ম না করিয়া জষ্টিসদিগের উপর ঐ বিষয়ের বিবেচনার ভার দিলে ভাল হয়। কারণ এরূপ অনেক অনাথ স্ত্রীলোক ও পিতামাতাহীন বালক আছে যে তাহারা আইন জানিতে পারে না, অতএব তাহাদিগের অর্থ দণ্ড বিধেয় নয়। পুরাতন বাটী ভগ্ন করিবার পূর্ব্বে অন্ততঃ দুই জন জষ্টিসের তাহা দর্শন করিতে যাওয়া কর্ত্তব্য। কারণ তন্নিবন্ধন অনেক অত্যাচার হয়। পরিশেষে সভা কর কিছু কমাইবার অনুরোধ করিয়াছেন। তাঁহারা বলেন গাড়ী ঘোড়া প্রভৃতি গণনা যাবতীয় কর ধরিয়া করিলে নগরবাসিদিগকে শতকরা প্রায় ৩০ টাকা দিতে হইবে. এতদ্ভিন্ন ইনকম টাক্স আছে।

ভারতবর্ষীয় সভা সকল আপত্তি উপস্থিত করিয়াছেন তাহার অধিকাংশই আমাদিগের অনুমোদিত, কেবল আর দুই কয়েকটী বিষয়ে তাঁহাদিগের অনুমোদন করিতে পারিতেছি না। মিউনিসিপাল সভাকে স্বাধীনতা আবশ্যক কি না? যদি আবশ্যক হয়, সভাপতি নিয়োগের ভার গবর্ণমেণ্টের হস্তে দেওয়া তাহার নিতান্ত বিরোধী সন্দেহ নাই। কোন বিষয়ের অনুষ্ঠানে প্রবৃত্ত হইতে গেলে যদি প্রথমে কিছু গোলযোগ ও কষ্ট হইবার সম্ভাবনা থাকে, তাহা বলিয়া কি আমরা তাহা ত্যাগ করিব? সকল স্থলে জুরির বিচার ভাল হয় না, তাহা বলিয়া কি এই প্রথা উঠাইয়া দেওয়া কর্ত্তব্য? তুষ আছে বলিয়া ধান্য কাহার উপেক্ষণীয় হয়? সভা ব্যয়ের বিষয়ে গবর্ণমেণ্টের সম্পর্ক রহিত করিবার প্রস্তাব করিয়া অপর সীমায় গমন করিয়াছেন। এ বিষয়ে গবর্ণমেণ্টের কিছু কিছু ক্ষমতা থাকা উচিত, অন্যথা শ্রেণী বিশেষের সুবিধা হেতু পল্লী বিশেষের উন্নতির প্রস্তাবে তাঁহারা যে গোলযোগের আশঙ্কা করিয়াছেন, তাহাই ঘটিয়া উঠিবে।

জলের করের তারতম্য করাও সভাদিগের অভিমত নহে। পয়নালা হইতে তাহাতে সকলেরই উপকার দর্শিবে সন্দেহ নাই। পান ব্যতিরেকে জলের কি অন্য ব্যবহার নাই? তাহাতে রাস্তার কি সুবিধা হইবে না? ইউরোপীয়েরা কি পয়নালার জলই পান করেন? সর্ব্ব সাধারণ রাজস্ব হইতে কলিকাতার উন্নতির নিমিত্ত টাকা দিবার যে প্রস্তাব করিয়াছেন, আমরা তাহারও অনুমোদনকারী নহি। কলিকাতা উপকার ভোগী হইবে, সাধারণে সে টাকা দিবেন কেন? একটি বিষয়ে সভা অতি শিশুবৎ বাক্প্রয়োগ করিয়াছেন। মৃত স্ত্রীলোকদিগের নাম প্রকাশ করিলে ক্ষতি কি? আমরা কি আপন আপন স্ত্রীর নামে সম্পত্তি করি না? স্ত্রীলোকদিগের নামে কি মোকদ্দমা হয় না? আমরা আশ্চর্য্য [illegible] যে [illegible] সাধারণ হিতার্থ তাহা করিবার কালে সভা আর আর যাহা [illegible] সম্পূর্ণ যুক্তিসিদ্ধ। ইংরাজী [illegible] কেরা যাহা বলুন [illegible] যদি কলিকাতার যথার্থ উন্নতি করিতে চাহেন, ভারতবর্ষীয় সভার [illegible] গুলি গ্রাহ্য করিবেন।

পোলণ্ডের বিদ্রোহ।

এক জন ইংরাজ কবি বলিয়াছেন "স্বাধীনতা লাভের ইচ্ছায় এক বার যুদ্ধ আরম্ভ হইলে যত বার পরাজয় হউক না কেন, শেষে নিঃসংশয় জয় লাভ হইবে।" এই স্বাধীনতা লাভার্থ যুদ্ধ [illegible] তে আরম্ভ হইয়াছে। [illegible] রাজ্যে মহান রাষ্ট্র বি[illegible] তাঁহারা যে কয়েকটী উৎ[illegible] নিয়ম প্রচলিত করিবার চেষ্টা পান, তন্মধ্যে প্রত্যেক জাতির স্বাধীন শাসন প্রণালীর অধীন থাকিবার প্রস্তাবটী প্রধান। যে [illegible] নের নাম কলঙ্কিত করিবার এক [illegible] পাওয়া হইয়াছে, তিনি [illegible] জন প্রধান প্রতিপোষক [illegible] ইংলণ্ড তৎকালে [illegible] মহাবীরের অভ্যুদয়ের [illegible] করেন, সেই ইংলণ্ড এক্ষণে [illegible] রূপ স্বাধীনতার প্রধান বন্ধু হইয়াছেন। মেক্সিকো ও ব্রেজিল প্রভৃতি প্রদেশের স্বাধীনতা স্বীকার করা এবং গ্রীক ও ইটালিকে স্বাধীনতা প্রদান করা ইহার প্রধান দৃষ্টান্ত স্থল। অদ্য পোলণ্ডের উল্লেখ করিয়া আমরা এতৎ প্রসঙ্গে প্রবৃত্ত হইয়াছি।

আমরা পূর্ব্বে এক বার পোলণ্ডের বিদ্রোহের বিষয় লিখিয়াছিলাম। তৎপর উক্ত দেশে কয়েকটী যুদ্ধ হইয়াছে। রুশিয় গবর্ণমেণ্ট [illegible] বলবান যুবকদিগকে বলপূর্ব্বক

বিদ্রোহাইবার চেষ্টা পাওয়াতে বিদ্রো ।। কি উত্তরোত্তর প্রীয়মান হয়। প্রথমতঃ ধন তালুকদারেরা এই কার্য্যের অনুমো দন নাই। ইংলণ্ড ও ফ্রান্স প্রভৃতি দেশীয়েরা ঐ বিদ্রোহ চেষ্টাকে আ ন্তরিকী বলিয়া অবজ্ঞা প্রকাশ করিয়া ছিলেন। কিন্তু বিদ্রোহিরা ক্রমশঃ প্রবল হইয়া উঠিতে লাগিল। প্রায় যাবতীয় নগর হইতে সেনা অস্ত্র ও যুদ্ধ সামগ্রী যাইতে লাগিল। সেনাপতি লাঙ্গুইকস নামক একজন যোদ্ধা (যিনি ১৮৩০ অব্দের যুদ্ধে অস্ত্র গ্রহণ করেন) দেশের প্রধান শাসন কর্তা এবং সেনাপতি মায়ারোলস্কি প্রধান সেনাপতি হইয়াছেন। ইহার মধ্যে নয় হইয়া গিয়াছে। সকল যুদ্ধেই বিদ্রোহীরা জয়লাভ করিয়াছে। তা হারা প্রকাশ্যরূপে সম্মুখ যুদ্ধ করিতেছে না কিন্তু বনে থাকিয়া সুযোগ ক্রমে ক্ষুদ্র ক্ষুদ্র দল বদ্ধ হইয়া যুদ্ধ করিতেছে। রুশিয় সেনারা তাহাদিগের কিছুই করিয়া উঠিতে পারিতেছে না। সম্প্রতি যে টেলি গ্রাফ আসিয়াছে, তদ্দ্বারা জানা গেল বিদ্রো হীদের ক্রমশঃ দল ও বল বৃদ্ধি হইতেছে। তাহাদিগের আর একটী সুবিধা হইয়াছে। প্রসিয়ার যথেচ্ছাচারী সম্রাট বিদ্রোহ নিবারণ বিষয়ে রুশিয়ার সাহায্যার্থী হন, কিন্তু তাঁহার প্রজা বর্গ তাহাতে অসম্মত হইয়াছে। ইংলণ্ড, ফ্রান্স, অষ্ট্রিয়া ও ইটালী ইহার প্রতিবাদ করিয়াছেন। এতদ্দ্বারা স্পষ্ট প্রতীয়মান হইতেছে প্রসিয়ার গবর্ণমেণ্ট যদি রুশিয়াদি গের কোন প্রকার সাহায্য দান করেন তাহা হইলে ইংলণ্ড, ও ফ্রান্স প্রভৃতি অস্ত্র ধারণ করিবেন সন্দেহ নাই।

অষ্ট্রিয়া গালিসিয়া পরিত্যাগ করিবেন এই রূপ ইচ্ছা প্রকাশ করিয়াছেন। পোলণ্ডের দুর্দ্দিকে সিংহাসন করিয়াছেন। ফ্রান্স প্রকাশ করে, সম্রাট আলেক ..... লইয়া নিজ আত্মা কনষ্টান্টা ইনকে উক্ত দেশের স্বাধীন রাজা করিয়া দিবার প্রস্তাব করিয়াছেন। এ সংবাদ যদি সত্য হয়; আর, রুশিয় গবর্ণমেণ্ট ১৮১৫ অব্দের সন্ধির ন্যায় যদি ইহার অ ন্যথাচরণ না করেন, তাহা হইলে পোলাণ্ড নিঃসংশয় পুনর্ব্বার স্বাধীন হইবে। বিশে ষতঃ সভ্য জর্ম্মণি, যুদ্ধপ্রিয় ও উদারাশয় ফ্রান্স, এবং স্বাধীন ইংলণ্ডের যাবতীয় লোকে তাঁহাদিগের শুভাকাঙ্ক্ষী হইয়াছে। যাহা হউক, রুশিয় গবর্ণমেণ্টের কর্ত্ত ব্য তাঁহারা শিক্ষিত, বিনীত ও সভ্য ভাব অবলম্বন করেন। আসিয়ার বন্য জাতিদি গকে সভ্য করা উক্ত দেশীয় গবর্ণমেণ্টের পক্ষে সহজ বটে, কিন্তু তাঁহারা পরাজিত সভ্য লোকদিগের মনোরঞ্জন করিতে পা রেন না। পোলাণ্ড স্বাধীন হইলে জর্ম্মণির পক্ষে সবিশেষ উপকার দর্শিবার সম্ভাব না আছে। তখন আর রুশিয়েরা ইচ্ছা করিলেই জর্ম্মণি আক্রমণ করিতে সমর্থ হইবে না। অতএব জর্ম্মণির পোলাণ্ডে সাহায্য দান করা সবিশেষ আবশ্যক। পোলাণ্ডের স্বাধীনতা জর্ম্মণির রক্ষার উপায় আমরা নিঃসন্দিগ্ধরূপে বলিতে পারি, উক্ত দেশ স্বাধীন ও রুশিয়ার ক্ষম তার হ্রাস হইলে সমুদায় জর্ম্মণি ইটা লির ন্যায় স্বাধীন ও এক জাতিসাধারণ গবর্ণমেণ্টের অধীনস্থ হইতে পারিবে।

ইণ্ডিয়ান মিররের মত পরিবর্ত্ত।

আমরা ১লা এপ্রেলের ইণ্ডিয়ান মিরর দেখিয়া পরিতোষ লাভ করিলাম। যদি এই দিবসের মিররের লেখার ভার গ্রহণ করা যায়, নিঃসন্দিগ্ধরূপে নির্দ্দেশ করা যাইতে পারে, আমরা এত দিন তাঁ হার জন্য সদর্থ যে চেষ্টা পাইয়াছিলা ম, তদ্বিষয়ে কৃতকার্য্য হইয়াছি। তিনি সকল স্পষ্ট স্বীকার না করুন, কিন্তু তিনি আমাদিগের মত প্রতিষ্ঠিত হইয়াছেন। তিনি স্পষ্টাক্ষরেই লিখিয়াছেন, এবারের (ব্রাহ্ম ধর্ম্মাদি নামের) নিমিত্ত তাঁহার চিন্ত নাই। আমরা যে বরাবর বাহ্য আড়ম্বরের প্রতি বিদ্বেষ প্রকাশ এবং ধর্ম্মের নামে উৎসব ক্রিয়ায় বৃথা ব্যয় শীলতার যে প্র তিবাদ করিয়া আসিতেছি, তিনি তাহা যু ক্তিসঙ্গত বলিয়া স্বীকার করিয়া লইয়াছেন। ধর্ম্মকে সাংসারিক বিষয়ের সহিত মিশ্রিত করিলে আমরা যে অনিষ্ট আশঙ্কা করিয়া ছিলাম, তিনি তাহা সমূলক বলিয়া স্বীকা র করিয়াছেন। ধর্ম্মকে আমোদ প্রমোদে পর্য্যবসিত করিলে তাহার মহত্ত্ব ও ঔদার্য্য থাকে না বলিয়া আমরা যে বচনোপন্যাস করিয়াছিলাম, তিনি তাহা যুক্তিসহ বলিয়া গ্রহণ করিয়াছেন। তবে আর তাঁহার স হিত আমাদিগের মতের অনৈক্য কি? ব্রাহ্মেরা যে অনুষ্ঠান আরম্ভ করিয়াছেন, তাহা হইতে উল্লিখিত সমুদায় দোষগুলি ঘটিবার সম্ভাবনা আছে বলিয়াই আমরা এত আপত্তি করিতেছি।

একটী বিষয়ে কেবল তাঁহাকে আমা দিগের মতের অনুমোদনকারী দেখা যা ইতেছে না। সে অননুমোদনের কারণ আ মাদিগের এই বোধ হয়, সে বিষয়ে তিনি এখনও পর্য্যন্ত আমাদিগের অভিপ্রায় বুঝিতে পারেন নাই। তিনি মনে করিয়া ছেন, আমরা সকলকে এই উপদেশ দি তেছি যে কেহ ধর্ম্মকে সংসার সম্বন্ধে না আনিয়া কেবল মনোমধ্যে রাখেন। আমা দিগের সে অভিপ্রায় নয়। ধর্ম্মকে যদি সংসার সম্বন্ধে না আনা যায়, তদ্দ্বারা জগ তের কি উন্নতি সম্ভাবনা আছে? ব্রাহ্ম ধর্ম্মকে যে সংসার সম্বন্ধে আনিতে হইবে, তদ্বিষয়ে সংশয় কি? তবে ব্রাহ্মেরা যে প্রকার এক স্থূলাথড অনুষ্ঠান সৃষ্টি করিয়া সংসার সম্বন্ধে আনিতে চাহিতেছেন, আ মরা সেরূপে আনিতে চাহিতেছি না। আমাদিগের মত এই, ব্রাহ্মধর্ম্ম মানুষের যাবতীয় কার্য্যের শাসনকর্ত্তা স্বরূপ হই বেন, মানুষকে তাঁহার আজ্ঞানুসারী হইয়া

ধর্ম্মীয় কাজ করিতে হইবে; মানুষের মন যে কার্য্যে প্রবৃত্তি জন্মিবে, তখনই তাহাকে ভাবিতে হইবে ব্রাহ্ম ধর্ম তাঁহার সম্মুখে দণ্ডায়মান আছেন; তাঁহার আ কৃষ্ট পথের অণুমাত্র অতিক্রম করিলে তাঁহার নিকট দণ্ডভাগী হইতে হইবে। এই চিন্তা সতত মানুষের অন্তরে জাগরূক থাকিবে। তাহাই কি একমাত্র প্রার্থনীয় নয়? জগতের সমুদায় লোকেরই যদি ধর্ম্মে এইরূপ দৃঢ় ভক্তি থাকে, কেহ যদি প্রাণান্তেও ধর্ম্মপথ পরিত্যাগ না করে, পৃথিবী কি স্বর্গতুল্য হয় না?

মিরর সম্পাদকের আর আর কথার উত্তর দানে আমাদিগের ইচ্ছা নাই। বৃথা তর্ক ও উপহাস রসিকতা প্রদর্শন করিয়া জয়লাভ করিবার নিমিত্ত আমরা এ বিচারে প্রবৃত্ত হই নাই, কতিপয় ব্রাহ্ম ব্যক্তি ভ্রমবশতঃ অকিঞ্চিৎকর অনর্থমূল নানাবিধ অনুষ্ঠান প্রবর্ত্তিত করিয়া জগতের অনিষ্ট সাধনে প্রবৃত্ত হইয়াছেন। সেই ভ্রান্তি নিরাকরণই আমাদিগের এই বিচার প্রবৃত্তির কারণ।

যাহা হউক, আমরা ইণ্ডিয়ান মিররের মত পরিবর্ত্ত দেখিয়া যেমন হৃষ্ট হইলাম, তেমনি রাইয়ত ক্ষেত্রের নূতন মতাবেশ কারণ দেখিয়া দুঃখিত হইলাম। এই উত্তর দানেই তাঁহার বাক্যেরও উত্তর দান হইল। তাঁহার সম্মুখীন হইবার নিমিত্ত আর আমাদিগের স্বতন্ত্র রণধূলি মাখিবার ইচ্ছা নাই। "অনুষ্ঠান ধর্ম্ম নয়" "অনুষ্ঠান ধর্ম্ম নয়" "অনুষ্ঠান ধর্ম নয়" আমরা তিনবার তাঁহাকে শুনাইলাম, তিনি এখন কান্ত হউন, আমরা মৌনাবলম্বন করিলাম।

উপসংহার স্থলে ইণ্ডিয়ান মিরর সম্পাদককে আমাদিগের সবিশেষ অনুরোধ এই, তিনি যেন আর অনুচিত অনুষ্ঠানকারী ব্রাহ্মদিগের পক্ষ সমর্থন করিয়া তাহাদিগকে প্রোৎসাহিত না করেন। ব্রাহ্মদিগের বৃথা অনুষ্ঠানের আমোদে কাল হরণ করিবার সময় নয়, তাঁহাদিগের স্কন্ধে অনেক মহৎ কর্ত্তব্য সাধনের ভার পতিত হইয়াছে। তাঁহারা সেই সকল বিষয়ে মনোনিবেশ করুন।

এতদ্দেশীয়দিগের সবলকায় হইবার উপায়।

আমিষ ভোজন বিরোধিগণ, আর দুটী আপত্তি করিয়া থাকেন। প্রথম, মাংসাহারে জিঘাংসা প্রভৃতি নিকৃষ্ট প্রবৃত্তির প্রবলতা হয়। দ্বিতীয়, উপচিকীর্ষা বৃত্তির ক্ষীণতা হইয়া থাকে। ইহার সংক্ষিপ্ত উত্তর এই, আমরা জগতের প্রায় যাবতীয় লোককে আমিষ ভোজী দেখিতে পাই, কেহ মৎস্য কেহ বা পশু পক্ষ্যাদির মাংস ভোজন করেন, আমিষাশির সহিত নিরামিষাশির সংখ্যা করিলে জগতে নিরামিষাশী নাই বলিলে অত্যুক্তি হয় না। কিন্তু আমরা জগতে উপচিকীর্ষা বৃত্তির হ্রাস ও জিঘাংসা বৃত্তির প্রবলতা দেখিতে পাই না। তবে যে দেশ কাল, পাত্র ভেদে সময়ে সময়ে জিঘাংসা বৃত্তিকে বলবতী দেখা যায়, তাহার কারণ স্বতন্ত্র। জগতের সমুদায় লোকে আমিষ ভোজন ত্যাগ করিলেও ঐরূপ দেখা যাইত। যখন আমাদিগের ক্রোধাদি আছে, তখন উহার কারণের কি অসঙ্গতি আছে? খাদ্য দ্রব্য যে কারণ নয় এমনও নয়। কোন কোন দ্রব্য আহার করিলে কামোদ্রেক হয়, আর কোন কোন দ্রব্য ভক্ষণ করিলে ক্রোধ বৃদ্ধি হয়। এই নিয়মানুসারে মাংসাহারে উর্জ্জস্বলতা, সাহস উদ্যোগশীলতা এ উৎসাহাদির বৃদ্ধি হইয়া থাকে আর নিরামিষ আহারে, ভীরুতা, ক্লেশসহনে কাতরতা, আলস্য প্রভৃতি প্রবল হয় (১) বিদ্যানুশীলনাদির তারতম্যে ইহার বহু ব্যতিক্রম লক্ষিত হইয়া থাকে। বিদ্যাচর্চ্চার অল্পতা হেতু ভীরুজাতিদিগের শঠতা প্রতারণাদি অতি নীচ বৃত্তি সকলের প্রাদুর্ভাব দৃষ্ট হয়, আর উগ্র স্বভাব জাতিদিগের নিষ্ঠুরাচরণ প্রভৃতি প্রবল দেখা যায়। বিদ্যার উন্নতি হইলে উভয়েরই ঐ সকল দোষ হ্রাস হইতে থাকে। পক্ষান্তরে উগ্রস্বভাব জাতিদিগেতেই একাগ্রতা, মহৎ গুণ প্রকাশ পায়, ভীরু জাতিদিগের মধ্যে প্রকাশ পায় না। ইহা এক প্রকার নিশ্চয় বাক্য যে উগ্রপ্রকৃতিস্থ জাতিরা বিদ্যার... যেরূপ ঔদার্য্য, দয়া, বিশ্বস্ততাদি ... উহার গুণে বিভূষিত দৃষ্ট হয়, ... জাতিরা সেরূপ নয়। (২) পূর্ব্বে উক্ত হইয়াছে যে উদ্ভিদ অপেক্ষা আমিষে অধিক পুষ্টিকর পদার্থ আছে। সভ্যাবস্থায় উগ্রস্বভাব জাতিরা অধিকতর দয়া, ক্ষমা ... পরিচয় প্রদান করিয়া থাকে। আর উদ্ভিদ অপেক্ষা মাংসে যখন উক্ত পদার্থ অধিকতর আছে প্রমাণ হইয়াছে, তখন আর ... প্রবল শাক প্রকৃতিস্থ এতদ্দেশবাসির ... পরিমিত আমিষ ভক্ষণ করিলে অধিক ... যে অধিক ইষ্টলাভ হইবে তদ্বিষয়ে সন্দেহ কি?

এক্ষণে আমরা ব্যায়ামের আবশ্যকতা প্রদর্শন ও গুণবর্ণনে প্রবৃত্ত হইলাম। ... ও মাংসপেশী আমাদিগের শারীরিক বলের মুখ্য কারণ বলিয়া পরিগণিত হইয়াছে। ... ও মাংসপেশীর অবস্থানিবন্ধন আমাদের শরীর সবল বা দুর্ব্বল হইয়া থাকে।

... ত হইবে এবং মাংসপেশী যেরূপ পুষ্ট হইবে তদনুসারে শারীরিক বল বৃদ্ধি ...

এতদ্বিষয়ে সুবিখ্যাত ডাক্তার (৩) ... সাহেব যাহা বলেন তাহার কোন কোন অংশ পাঠকদিগের গোচরার্থ আমরা নিম্নে উদ্ধৃত করিলাম। তিনি বলেন "সর্ব্বদা মাংসপেশীর সঞ্চালন দ্বারা আমরা জীবন ধারণ করিতেছি। ... সকল মাংসপেশী দ্বারা নিশ্বাস

(১) বাহ্য বস্তুর সহিত মানব প্রকৃতির সম্বন্ধ বিচার প্রথম ভাগের ২০৪ ও ২০৫ র পাতা দেখিবেন।

(২) শস্তুক প্রকৃতিস্থ লোকে ... চর উচ্চতর গুণে বিভূষিত হয় না বলিয়া ... উগ্র স্বভাবাক্রান্ত ব্যক্তির গুণগ্রহণে অসমর্থ হইয়া তাহার দোষ কীর্ত্তনে আসক্ত ... করে।

(৩) তাঁহার নিরচিত ফিজিয়লজি ... স্যাকেড ট্রুথ এণ্ড এড্‌কেশন নামক ... দেখিবেন।

াশ্বাস প্রভৃতি ক্রিয়া সম্পাদিত হইতেছে,
তাহারা যদি কয়েক নিমেষ কাল স্থগিত ...কে
তাহা হইলে অবিলম্বে মৃত্যু উপস্থিত হয়।
ংসপেশীর সহায়তা ব্যতিরেকে মনুষ্যের
চপ্রতিজ্ঞতা ও মানসিক উচ্চতর ভাব সকল
ার্য্যে কখনই পরিণত হইতে পারে না।
সন্তান ও বন্ধু বিয়োগ এবং অন্যান্য ঘো
তর ক্লেশে পতিত হইয়া মনুষ্য মাংসপেশীর
ল ব্যতিরেকে স্বীয় অন্তর বেদনা প্রকাশ ক-
রিতে সমর্থ হয় না। মাংসপেশীর সঞ্চা-
লেই আমরা শারীরিক বল প্রাপ্ত হই।
কান একটী মাংসপেশী পরিমিত রূপে স-
ালিত হইলে তাহাতে অধিক পরিমিত র-
ক্তের স্রোত প্রবাহিত হয় সুতরাং তাহার
দেহের ... দৃঢ়তা প্রভৃতি বৃদ্ধি হয়। পরি-
...ম অভাব নিবন্ধন কেবল মাংসপেশী ছু-
...চিত প্রাপ্ত হয় এমত নহে, রক্তেরও
রিমাণ হ্রাস হয়। মাংসপেশীর মধ্যে র-
ক্তাধার সকল সংস্থাপিত রহিয়াছে, মাংসপে-
শীর সঞ্চালনে সেই সকল রক্তাধার হইতে
শোণিত নির্গত হইয়া বেগবতী স্রোতস্বতী-
র ন্যায় শরীরস্থ নানা স্থানে প্রবাহিত হয়।
মাংসপেশী ও রক্ত এই দুই পদার্থের পর
স্পর যোগ যেমন প্রত্যক্ষ দৃষ্ট হয় সেরূপ
অন্য কোন বস্তুতে নয়নগোচর হয় না।
...শী সঞ্চালিত হইলে শরীর মধ্যে রক্ত
...র বেগ ও পরিমাণ বৃদ্ধি হয়। রক্ত প্র
...ক্তের পরিমাণ বৃদ্ধি হইলে যে যে স্থানে
...শী সঞ্চালিত হয় সেই সকল স্থান পুষ্ট
হয়। পরিশ্রম করিলে রক্তের পুষ্টিসাধক
অংশের হ্রাস হয়, সেই ক্ষতি পূরণ করিবার
জন্য অধিক পরিমাণে ভোজন করিতে হয়।
এই অতিরিক্ত আহার পরিপাক করিবার
জন্য ক্ষুধা ও পাকশক্তি বৃদ্ধি হয়। নূতন
শোণিত এই প্রকারে প্রাপ্ত হইয়া শীঘ্র শো-
ধিত হইবে বলিয়া পরিশ্রম কালে আমাদি-
গের নিশ্বাস প্রশ্বাস বৃদ্ধি হয়। এই রূপে শো-
ণিত শোধিত হইয়া শরীরস্থ সমস্ত অঙ্গ প্র
...ঙ্গ নূতন বল বীর্য্য প্রাপ্ত হয় সুতরাং মনু-
ষ্য অধিকতর পরিশ্রম পূর্ব্বক কার্য্য করিতে
সমর্থ হয়। *

পদ ব্রজ, অশ্বারোহণ, ব্যায়াম প্রভৃতি
নানা উপায় দ্বারা শরীর সঞ্চালিত হইয়া থা-
কে। ইহার মধ্যে মল্লক্রিয়া দ্বারা মাংসপেশী
সর্ব্বাপেক্ষা অধিকতর দৃঢ় হয়। শারীর বিধান
বিৎ পণ্ডিতেরা সুস্পষ্ট রূপে ইহার কারণ নি-
র্দ্দেশ করিয়াছেন। বিখ্যাত আণ্ড্রু কুম্ব সাহেব
বলেন "পরিশ্রম কালে নানা প্রকারে যত
শরীর সঞ্চালিত হইবে, তত ভিন্ন ভিন্ন মাংস
পেশীর শোণিত বেগ বৃদ্ধি হইবে সমুদায় মাং
সপেশী সঞ্চালিত না হইলে বাঞ্ছিত ফললা-
ভের সম্ভাবনা থাকে না। শরীরের যে অঙ্গ-
পরিশ্রম করিবে কেবল সেই অঙ্গের মাংসপে-
শী সকল সঞ্চালিত হইবে। কিন্তু শরীরের
এক অঙ্গ নিয়ত সঞ্চালিত হইলে সেই অঙ্গের
মাংসপেশী শ্রান্ত ও দুর্ব্বল হইয়া পড়ে কখন
পরিশ্রম, কখন বিশ্রাম এই নিয়মানুসারে
মাংসপেশীদিগকে সঞ্চালিত করিলে শরীর
সুস্থ ও বলিষ্ঠ হয়। ... ব্যায়ামের অভ্যাস দ্ব-
রা কুম্ব সাহেবের এই সকল উপদেশ যে রূপ
পালন করা হয়, অন্য কোন প্রকার শারীর প
রিশ্রম দ্বারা সেরূপ হয় না।' যাহারা কখন
কুস্তির আখড়ায় গমন করিয়াছেন তাঁহারা
আমাদিগের মতের পোষকতা করিবেন সন্দে
হ নাই। এদেশে যে রীতির অনুসারে (§)
ব্যায়াম করা হয় তাহাতে প্রার্থিত ফল লা-
ভের সম্ভাবনা অল্প, প্রত্যুত কখন কখন অ
নিষ্ট হইয়া থাকে। কেবল শীত কালে না ক
রিয়া, প্রতি দিবস প্রত্যুষে—শীত কালে অ
ধিক, গ্রীষ্ম ও বর্ষা কালে অল্প—ব্যায়াম ক-
রিলে আশাধিক ইষ্ট ফললাভ হয়। উদাহরণ
স্বরূপ একটী বিষয়ের উল্লেখ করা যাইতেছে,
এদেশের এক ভদ্রলোক বাল্যাবধি চতুর্দ্দশ
বৎসর বয়ঃক্রম পর্য্যন্ত অত্যন্ত রুগ্ন ও দুর্ব্বল
ছিলেন। ১৫ বৎসরের সময় তিনি ব্যায়াম
আরম্ভ করিলেন। তিনি যে বৎসর কুস্তি-
র আখড়ায় প্রবেশ করিয়াছিলেন তাহা-
র পর বৎসরে তাঁহার শরীর এমনি স্ফীত ও
সবল হইয়া উঠিল দেখিয়া একটী বীরের মত
বোধ হইতে লাগিল। তাঁহার অবয়ব বৃদ্ধির
সঙ্গে সঙ্গে, সাহস গুণেরও বিলক্ষণ বৃদ্ধি ...
হইয়া উঠিল। এস্থলে আর একটী উদাহরণ ...
দর্শন আবশ্যক হইল। এক ব্যক্তি বাল্যকা...
অবধি ব্যায়াম অভ্যাস করেন। ৮০ বৎস...
বয়ঃক্রম কালে প্রায় বাঙ্গালী মাত্রেরই শরী...
লেশ হয়। কিন্তু উল্লিখিত ব্যক্তির অশীতি
বৎসরেও মাথার প্রতি দৃষ্টিক্ষেপ না করি...
কেবল শরীরের প্রতি দৃষ্টিপাত করিলে ত...
হাকে ৫০ বা ৫৫ বৎসরের অধিক বয়স্ক বলি...
য়া বোধ হইত না!! তিনি সেই পূর্ণ বৃদ্ধা-
বস্থায়ও অল্প পরিমাণে কুস্তি করিতেন।

পরিশ্রম কালে চিত্তের প্রফুল্লতা ও উৎসা...
থাকা অতিশয় আবশ্যক। আমাদিগের মনে...
অবস্থার প্রতি পরিশ্রমের ফলাফল অনে...
পরিমাণে নির্ভর করে। এ বিষয়ে কুম্ব সাহে-
ব যে কথা বলিয়াছেন তাহা এস্থলে উদ্ধৃত
হইতেছে। "পরিশ্রমের শুভ ফল কেবল...
কারণ আমাদিগের মনোমধ্যে নিহিত আছে...
তাহার প্রতি হতাদর হইয়া পরিশ্রম করিলে
আমাদিগের শরীরকে প্রবঞ্চনা করা হয়।
মাংসপেশী সকল মনের অধীন। মনের আ...
জ্ঞা বহন করিবার জন্য তাহারা সৃষ্ট হইয়া...
ছে। * কুম্ব সাহেব এই মতপোষক এক...
দৃষ্টান্ত প্রদর্শন করিয়াছেন। তিনি বলেন "...
স্কো রণক্ষেত্রে যখন শত্রু উপস্থিত না ...
কিত ফরাসী সেনাগণ নিস্তেজ ও দুর্ব্বল ...
হইত। কিন্তু রুশিয়দিগের ... তাহা...
দিগের কর্ণ কুহরে প্রবেশ করিবা মাত্র ...
য়া যেন কোথা হইতে নূতন বল প্রাপ্ত হইত...
কিয়ৎক্ষণ পূর্ব্বে তাহারা যে সমস্ত অস্ত্র ...
করিতে অত্যন্ত ক্লেশ বোধ করিত, পর...
বদনে সেই সেই অস্ত্র শত্রুর প্রতি মহাবে...
নিক্ষেপ করিত।

'বয়ঃক্রম, বল, শরীরের অবস্থা এব...
পূর্ব্বাভ্যাস, এ সমুদায়ের অনুসারে পরিশ্র...
করা উচিত।' এ প্রকার নিয়ম অবলম্বন ...
রিবার কারণ কুম্ব সাহেব সুস্পষ্টরূপে লিখি...
য়াছেন। তিনি বলেন "শরীর অনবরত ...
ও পুষ্ট হইতেছে: যখন কোন অঙ্গ পরিশ্র...

* নিশ্বাস প্রশ্বাস অঙ্গ চালনাদি দ্বারা ... শরীর ক্ষয় এবং আহারাদি দ্বারা পুষ্ট হই... থাকে।

§ বাঙ্গালি দিগের মধ্যে অত্যল্প লোকে ব্যায়ামাভ্যাস করিয়া থাকেন, যাঁহারা কুস্তি করেন তাঁহাদিগের মধ্যে অনেকেই কেবল শীত কালে করেন।

করে তখন অন্ন ও পুষ্টির গতি বৃদ্ধি হয়। অত-এব পরিমিত রূপে পরিশ্রম না করিলে পুষ্টি অপেক্ষা ক্ষয় অধিক হইয়া শরীরকে দুর্ব্বল করে ও কখন কখন নানা প্রকারে পীড়িত করে। [illegible] বলিয়াছেন [illegible] অবস্থানুসারে ব্যায়াম করিলে ই শরীরের পুষ্টি হয়, আর শক্তি অতিক্রম করিয়া যদি ব্যায়াম করা হয়, শরীরের ক্ষয় হয়

[illegible] সাহেব [illegible] যে এক দিনের অতিরিক্ত পরিশ্রম [illegible] কখন কখন চির-কালের জন্য শরীর [illegible] অনেক যুবা পুরুষ শিকার কালে [illegible] পরিশ্রম করিয়া [illegible] রোগাক্রান্ত হইয়াছেন।

[illegible] আমোদ [illegible] আমোদ প্রমোদ [illegible] ইহাঁরা [illegible] বাসিদিগের [illegible] আমোদ ক্রিয়ায় প্রবৃত্ত হন না। ইংরাজ ও ফরাসী প্রভৃতি জাতি-দিগের ভদ্রলোক [illegible] আমোদ [illegible] আমরা [illegible] [illegible] করিয়া [illegible] পারি! ইংরাজেরা [illegible] প্রভৃতি শিকারে [illegible] প্রবৃত্ত হন, কিন্তু আমরা [illegible] [illegible] [illegible] প্রভৃতি [illegible] প্রবৃত্ত হন [illegible] এখন আপনা [illegible] [illegible] ইহার [illegible] দেশের উত্তর [illegible] আমোদ [illegible] করিলে [illegible] প্রবৃত্ত [illegible] কি আশ্চর্য্য! [illegible] আমাদিগের [illegible] বৃদ্ধি হইবে, যে [illegible] আমোদ প্রমোদ দ্বারা অত্যন্ত নীচ [illegible] হইয়া [illegible] হইবে, যে সকল [illegible] [illegible] হইবে, [illegible] আমোদে উপেক্ষা করা আমরা [illegible] আমোদ ক্রিয়ায় প্রবৃত্ত [illegible] থাকি।

নূতন গ্রন্থ

আমরা কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি, নিম্ন লিখিত গ্রন্থ গুলি আমাদিগের হস্তগত হইয়াছে।

১। পাঠনা প্রণালী প্রদর্শিকা। শ্রীযুক্ত রেবরেণ্ড লোমওয়েচ সাহেব পেষ্টালজির প্রণালী অবলম্বন করিয়া এতৎ প্রণয়ন করিয়াছেন। এদেশের যে সকল ব্যক্তি শিক্ষকতা কার্য্যে নিয়োজিত আছেন তাঁহাদিগের অনেকে পাঠনা প্রণালী অবগত নহেন। এই গ্রন্থ তাঁহাদিগের উপকার কারী হইবে। লোমওয়েচ সাহেব জর্ম্মণির লোক, কিন্তু তিনি রচনায় অনেক বাঙ্গালিকে পরাজয় করিয়াছেন।

২। প্রথম পাঠনা পুস্তকের প্রথম ভাগ। ইহা ও উক্ত রেবরেণ্ডের প্রণীত।

৩। শ্রীযুক্ত বাবু কৃপদের পাল প্রণীত রামায়ণসারসংগ্রহ। ইহাতে রামবৃত্তান্ত সংক্ষেপে লিখিত হইয়াছে।

৪। মহাকবি শ্রীহর্ষদেব রচিত সংস্কৃত নৈষধ চরিতের বাঙ্গলা অনুবাদ। শ্রীযুক্ত বাবু জগচ্চন্দ্র মজুমদার এই অনুবাদ করিয়াছেন।

৫। ধর্ম্মশিক্ষা। গ্রন্থকারের নাম নাই। ব্রাহ্মধর্ম্ম সংক্রান্ত কয়েকটী বিষয় ইহাতে লিখিত হইয়াছে

৬। টম খুড়ো। শ্রীযুক্ত বাবু তারিণীচরণ চক্রবর্ত্তী “অঙ্কল টমস কেবিন” নামক গ্রন্থ হইতে অনুবাদ করিয়া ইহা প্রচারিত করিয়াছেন। আমেরিকার যে নিষ্ঠুর দাস ব্যবসায় আছে, বিবি ষ্টো তাহা অবলম্বন করিয়া যে গ্রন্থ রচনা করেন ইহা তাহার সার সংগ্রহ মাত্র।

আগত।

১৫ই ফাল্গুন ১২৬৯।

ঢাকা।

ঢাকানগরে পাগল ও চোর দুইটী গারদ আছে আমি এক দিবস পাগলা গারদে গিয়া দেখিলাম কোন দিকে কতগুলি পুরুষ বস্ত্র শূন্য হইয়া দিগম্বর মূর্ত্তি ধারণ পূর্ব্বক ইতস্ততঃ ভ্রমণ করিতেছে, কোন দিকে কেহ শিরে করাঘাত ও হাহাকার করিয়া রোদন [illegible] কেহ বা তাহার পর [illegible] করি-তেছে কতগুলি উহাদিগকে [illegible] ক দুর্ব্বাক্য প্রয়োগ করিতেছে, কেহ [illegible] প্রণতি পূর্ব্বক ভক্তি ভাবে [illegible] স্তব করিতেছে। এখানে [illegible] ব্রাহ্মণের ছাত্র আছেন। আমি [illegible] অদ্ভুত পদার্থ দেখিতে দেখিতে [illegible] রের নিকট গমন করিতেছি এমন [illegible] টি পাগল আমার নিকটে আসিয়া [illegible] ধূলি তক্ষণ ও মস্তকে ধারণ পূর্ব্বক [illegible] হইয়া সম্মুখে দণ্ডায়মান থাকিল [illegible] তাহার আকার প্রকার দেখিয়া [illegible] হইল যে কেবল ভক্তি প্রবৃত্তি [illegible] তাহাকে নষ্ট করিয়াছে। পরে [illegible] রের নিকট অবগত হইলাম কত [illegible] আরোগ্য লাভ করিয়া গৃহে গমন [illegible] পক্ষান্তরে কতকগুলি প্রবিষ্ট [illegible] রা বলিতে দেখা গেল তথায় ৩৯ ১৮৮ পুরুষ আছে। উক্ত স্ত্রীগণের [illegible] টি স্ত্রীলোক ব্যভিচার দোষে দূষিত [illegible] ল হইয়া গিয়াছে। ইহার বাটী [illegible] বিবাহের অব্যবহিত পরেই বিধবা [illegible] সপ্তম বৎসর বয়ঃক্রম কালে [illegible] সক্ত হইয়া তদনুগমকে গর্ভ হয়। [illegible] লিত ভ্রূণহত্যা পাপে উপেক্ষা [illegible] নষ্ট করিয়া ফেলিলে তদবধি [illegible] রোগ জন্মে। পরে ইহাকে বাটীতে [illegible] নিমিত্ত গুরুজনদিগের অত্যন্ত চেষ্টা ছিল কিন্তু সফল হইল না। ইনি বাটী বহির্গত হইয়া নানা স্থান ভ্রমণ পূর্ব্বক [illegible] শেষে আসাম অঞ্চলে প্রবেশ করিয়া কোন [illegible] পরে একটি শিশু সন্তান হত্যা করেন ও হত্যাকাণ্ড উপস্থিত হইলে রাজ [illegible] যুক্ত করিয়া যাবজ্জীবনের নিমিত্ত এই [illegible] লা গারদে বদ্ধ করিয়া রাখিয়াছে [illegible] ইহার বয়স প্রায় ৫০ বৎসর, আজিও [illegible] করিতে ইচ্ছা আছে। যাহারা বিধবা [illegible] কোপ অথবা অসন্তোষ প্রকাশ করিয়া [illegible] নাদিগকে শুচি বোধ করেন তাঁহারা [illegible] যে একবার বিবেচনা করিয়া দেখুন বিবাহের অভাবে পাপস্রোত [illegible] পরিমাণে প্রবাহিত হইতেছে।

১। [illegible] ২. বিদ্যাসুশীলনা।

...এ সাহেব ভারতবর্ষে প্রত্যাহৃত হইয়া পুনর্ব্বার ভারতবর্ষীয় ব্যবস্থাপক সভার অন্যতর সভ্যের আসন গ্রহণ করিয়াছেন।

...লসমান বলেন অযোধ্যার বিদ্রোহিগণ ...ম ৬ পদাতি ইউরোপীয় রেজিমেণ্টের ...টেণ্ট লেপ্টেনন্ট আর, এস, বর্গট মনকে ...হত করিয়াছে।

উক্ত পত্র আরো বলেন লক্ষ্ণৌতে লার্ড ...নিঙের নামে শীঘ্রই একটী কালেজ প্রতিষ্ঠিত ...ইবে।

উক্ত পত্র আরো বলেন ত্রিপুরার রাজা থাকো... কতকগুলি লোককে একত্র করিয়া গ্রাম ... ও লুঠ করিতেছেন।

...কম্বলাইট বলেন আগামী ১লা এপ্রেল ...াজ নদীতে টেলিগ্রাফ সম্পূর্ণ হইবে।

ঢাকা নিউস বলেন ঢাকার প্রায় সমুদায় ...াজের এক অগ্নিদাহে ভস্মসাৎ হইয়া গি...।

২১এ চৈত্র বুধবার।

... ইণ্ডিয়া বলেন লাক্ষ্ণৌয়ের দুর্ভিক্ষ নি... সভার সেক্রেটারি লণ্ডনে ৪০০০০ টাকা ...করিয়াছেন।

...ক্ষী গেজেট বলেন রাজপুতনার সমুদয় ...ালযোগ নিবৃত্ত হইয়াছে।

উক্ত পত্র আরো বলেন যে, কোম্পানি ...তার যে কয়েক সভ্য ভারতবর্ষের বিষয় জানি...র জন্য ইংলণ্ড হইতে আসিয়াছেন, তাঁহারা ...খন আ বার উপস্থিত হইয়াছেন।

২৪এ ফেব্রুয়ারি পোলাণ্ডীয়েরা রুসিয়ার সহিত এক যুদ্ধে জয়ী হইয়াছে। রুসিয়ের ...িয়া সীমা পরিত্যাগ পূর্ব্বক পলায়ন করিয়াছে।

আলাহাবাদ গেজেট বলেন সাহপুর হইতে ...ফরিদপুর পর্য্যন্ত রেলওয়ে সম্পূর্ণ হইয়াছে। ...ঘির ঘাটে নর্ম্মদা নদীর সেতু আরম্ভ হই...য়াছে।

২১এ চৈত্র বৃহস্পতিবার।

... গোলাম রাও নামক যে ব্যক্তিকে বিদ্রোহের ...দের হত্যাকারী বলিয়া ধৃত করা হয়, তাঁহার ...অপরাধের কোন প্রমাণ না পাওয়াতে তাঁহাকে ... করা হইয়াছে।

পেসোয়ারের উপত্যকায় রেসম উৎপাদন ...করিবার জন্য পঞ্জাবের কৃষিসমাজ সবিশেষ ...যত্ন করিতেছেন। তাঁহারা জমীদার ও কৃষক...দিগকে পুরস্কার দিবার ঘোষণাপত্রিকা দিয়া... পুষ্করিণীর তুত বৃক্ষ রোপণ করা হই-তেছে। এতদ্দেশীয় এক ব্যক্তি তত্ত্বাবধারক হইয়াছেন। উক্ত প্রদেশে বিলক্ষণ নীল জন্মিতেছে: কিন্তু সুখের বিষয় তথায় নদীয়া ও যশোহরের অত্যাচারকারী নীলকর নাই।

ভারতবর্ষ হইতে তুলা লইয়া যাইবার জন্য এক ফরাসী কোম্পানি হইয়াছেন। তত্রত্য গবর্ণমেণ্ট তাঁহাদিগের সহায়তা করিবেন। কয়েক মাসাবধি ভারতবর্ষের বিস্তর তুলা ফ্রান্সে যাইতেছে। আমরা দেখিব যথার্থ মূল্য দিলে কেমন না এ দেশে তুলা জন্মে।

নীলগিরিতে একণে ১, ৩৮, ৭০৯টী সিঙ্কোনা বৃক্ষ আছে। তত্রত্য সুপরিণ্টেণ্ডেণ্ট বলেন সর্ব্বোচ্চ বৃক্ষটি প্রায় পাঁচ হস্ত উচ্চ হইয়াছে। এই চাষ দেখিয়া হয় এবার বৃথা হইবে না। দার্জিলিঙের সিঙ্কোনা বৃক্ষ সকলের কি হইল?

মান্দ্রাজের প্রধানতম বিচারালয়ের বিচারপতিরা তত্রত্য গবর্ণমেণ্টকে জানাইয়াছিলেন দ্বিতীয় শ্রেণীর অধীন মাজিষ্ট্রেটরা আইনের মর্ম্ম না বুঝিয়া প্রায় সামান্য কারণে অপরাধীদিগকে সেসিয়নে সমর্পণ করেন। অতএব তাঁহারা বলেন যে গবর্ণমেণ্ট ৭ আইনের ১৯ ধারানুসারে পরিচিহ্নিত কর্ম্মচারিদিগকে অপরাধ ও অযোগ্যতার জন্য পদচ্যুত করিবার ক্ষমতা তাঁহাদিগের হস্তে সমর্পণ করেন। গবর্ণমেণ্ট তাঁহাদিগের আবেদন গ্রাহ্য করিয়াছেন. কিন্তু পদচ্যুত ব্যক্তিরা গবর্ণরের নিকটে আপীল করিতে পারিবেন। চিফ্‌জেরা কি অপবাদ রহিত

মান্দ্রাজ গবর্ণমেণ্ট দশ বৎসরের জন্য ৬৫০ বিঘা ভূমিতে নিজে সিঙ্কোনার চাষ করিবেন। অনেক কৃষিকর ওয়াইনাদ, কুর্গ ও মহীসুরে এই চাষ করিতেছেন।

অযোধ্যায় ভ্রূণহত্যা নিবারণ করিবার একটি উত্তম উপায় উদ্ভাবিত হইয়াছে। সম্প্রতি এক পল্লীগ্রামের কূপে একটি মৃত শিশুর দেহ দৃষ্ট হওয়াতে তত্রত্য চৌকিদার এক জন দূতকে থানায় দিবার অবধি নর্ম্মসার্থ প্রেরণ করে। সেই দাইয়ের সাক্ষ্যানুসারে এক বিধবা ধৃত হওয়াতে সে আপনার চরিত্র দোষ স্বীকার করে কিন্তু সন্তানটিকে বধ করিবার বিষয় স্বীকার করে নাই। তাহার পুত্র বলিল সে সন্তানটির ক্রন্দন ধ্বনি শ্রবণ করিয়াছিল। ঐ স্ত্রীলোকের দশ বৎসর মেয়াদ হইয়াছে: তথাপি বিধবা বিবাহ প্রচলিত হইতেছে না।

মেজর ব্রাউন এতদ্দেশীয় যুবতিদিগকে লইয়া সেবাস্থানে যে উপনিবেশ করেন, তাঁহা-দিগের শিক্ষা ও বিদ্যালয়ের জন্য গবর্ণমে... কিঞ্চিৎ অর্থ দিয়াছেন। সর হার্ডি কুপার বলে... ঐ স্থানের লোকের অতিশয় সচ্চরিত্র পরিশ্রমী ও পরিচ্ছন্ন।

স্কটিস্ ইউরোপীয় ও এতদ্দেশীয়েরা ... ল্যাঙ্কাশায়রের মজুরদিগের সহায়তার জন্য ১০০... টাকা চাঁদা করিয়াছেন। রাজপুতনা হইতে সর্ব্বশুদ্ধ ৮০০০ টাকা আসিয়াছে।

সিন্ধুর অন্তর্গত হায়দরাবাদ নগরের কা... মহম্মদ বেকা খাঁ, উৎকোচ গ্রহণ করাতে সেশি...নে বিচার হইয়া তাঁহার ৫০০ টাকা জরিমা... হইয়াছে।

কলিকাতার কনিষ্ঠ মাজিষ্ট্রেট রবার্টস সা...ব পুলিসের ডেপুটি সুপরিণ্টেণ্ডেণ্ট থাকিবা... সময়ে মোহন নামক এক ব্যক্তিকে অন্যায় ... বিরুদ্ধ করাতে ঐ ব্যক্তি প্রধানতম বিচা...লয়ে নালিশ করিয়া ৩০০ টাকা ক্ষতি পূরণ পা...ইয়াছে। সে ঘটনা আদালতে অবরোধের বৃত্তা... এই, সে রাধামণি নামে এক স্ত্রী ...কে বিবাহ করিতে চাহে, কিন্তু সে সম্মত হয় না...। তথাপি মোহন সর্ব্বদা তাহার নিক... যাতায়াত করিত, তাহাতে তাহার পিতা বির...হইয়া মোহনকে পুলিসে প্রেরণ করে, রব... তাহাকে কয়েদ করেন। কবে আমাদিগের বিচা... শিখিয়া যথার্থ আইন অনুসারে কার্য্য করি... শিক্ষা করিবেন?

২২এ চৈত্র শুক্রবার।

লাহোর ক্রনিকল বলেন এক দল ... মেবাতিরদের অনেক ক্ষতি করিয়াছে।

মান্দ্রাজ টাইমস বলেন আলেপ্পা বন্দরে ...হওয়ায় অধিক সংখ্যা বালক হত্যা হইতেছে। উ... উৎসব দিবসে বালকদিগকে অলঙ্কার পরা... সাজাইয়া দিবার ফল।

ভারতবর্ষীয় গবর্ণমেণ্টের অনুরোধে ... রূপ উক্ত আজ্ঞা দিয়াছেন প্রধানতম বিচা...লয়ের প্রধান বিচারপতি ও কনিষ্ঠ ... সাড়ে বৎসর অন্তর এক বৎসরের বিদায় পাই...বেন. বিদায়ের বৎসরে তাহাদিগকে ... ১০০০০ টাকা দেওয়া হইবে। সিবিলিয়ান...দের বিদায়ের বিষয় যে নিয়ম আছে ... সারে দেওয়া হইবে। অন্য অন্য ... ক দেওয়ানে চিফ্‌জেকের সাহিত... পনর মাস বাৎসরিক দশ সহস্র টাকা ... সে বিদায় লইতে পারিবেন, উহার অধি... কাল [illegible] থাকিলে কর্ম্ম থাকিবে না। ... শেষ কার্য্যারম্ভের যে মত ...

না সকলকে বিদায় দেওয় [illegible] । [illegible] পেন্সনের সময় কার্য্য যাহা [illegible] পরি[illegible] হইবেন ।

[illegible] লণ্ডনের [illegible] সাহেব লর্ড [illegible] কাউন্সিল বিদায় করিয়া [illegible] হইতে করেন। পণ্ডিত [illegible] বলেন যে [illegible] চালনা [illegible] প্রবৃত্ত হন। তিনি [illegible] প্রভৃতি [illegible] নয় [illegible] বাঙ্গালা [illegible] চালনা উঠে [illegible] পত্র প্রধান [illegible] অগ্রাহ্য [illegible] বাণী হচ্ছে [illegible] শ্রীযুক্ত [illegible] বিরক্ত হইয়াছেন [illegible] তাঁহার [illegible] বিরক্ত হইতেন না।

টাইমস অব ইণ্ডিয়ার এক জন পত্রপ্রেরক [illegible] এক জন [illegible] স্ত্রীলোক কাঠ হইতে [illegible] প্রস্তুত করিতেছেন। অনেক স্থানে এক [illegible] ঐ প্রকার প্রস্তুত হইতেছে।

তিনি আরো বলেন মান্দ্রাজে ওলাউঠার প্রাদুর্ভাব হইয়াছে।

২৩এ চৈত্র শনিবার।

গত কল্য টাউনহালে ফল ফুল প্রভৃতি [illegible] সাধারণকে দেখান হইয়াছিল।

ইংলিসম্যান বলেন প্রায় ২০০০০ টাকার তুলা জলপাইগুড়ি হইতে বোম্বাইতে আসিতেছে। [illegible] ও নিকারের মধ্যে [illegible] লাগিয়া সমুদয় ভস্মাবশেষ হইয়াছে।

পাবনা হইতে এক ব্যক্তি লিখিয়াছেন, এ বৎসর পাবনা নগরে যে রূপ ভয়ানক [illegible] হইল, যাইতেছে, তাহা শ্রবণ করিলে [illegible] হইবেন। প্রায় প্রত্যহই প্রবল [illegible] সহকারে অগ্নি লাগিয়া ২০। ২৫ [illegible] বাড়ী ভস্মাবশেষ করিতেছে। ১৪ই চৈত্র [illegible] দিন দুটার সময় সহসা বাধা নগরে [illegible] লাগিয়া, বাজারের ছোট শালগাড়িয়া [illegible] শিবরামপুর এই তিনটী স্থান একেবারে [illegible] ক্ষার করিয়া ফেলিয়াছে। একটী বৃদ্ধ বিধবা একটী বালক এবং একটী গরু অর্দ্ধদগ্ধ হইয়াছে, তাহাদিগের জীবন রক্ষার বড় ভরসা নাই।

এতদ্দেশের স্কুল ইনস্পেক্টর শ্রীযুক্ত মার্টিন [illegible] পাবনার স্কুল দর্শনার্থ শুভাগমন করিয়া [illegible] শ্রীমতী রাধাসুন্দরী দেবীর সংস্থাপিত বালিকাবিদ্যালয়ের প্রথম শ্রেণীর কএকটী বালিকার পরীক্ষা গ্রহণ করিয়া অত্যন্ত সন্তোষ প্রকাশ করিয়াছেন এবং বলিয়া গিয়াছেন, যে এই বালিকাবিদ্যালয়ের উন্নতি ও শ্রীবৃদ্ধি সাধন জন্য তিনি যথোচিত যত্নবান হইবেন।"

ইণ্ডিয়ান রিফর্মার বলেন মাওয়ান সাহেব অবকাশ লওয়াতে বাবু [illegible] চট্টোপাধ্যায় বাঙ্গালাদেশের প্রতিনিধি সিবিল অডিটর হইয়াছেন।

ইউরোপীয় সমাচার

লণ্ডন ১০ই মার্চ—সর জে [illegible] কালগ্রাসে পতিত হইয়াছেন। ইংলণ্ডের [illegible] পোল চের বিষয়ে মধ্যস্থতা দ্বারা মীমাংসা করিবার প্রস্তাব করিয়াছেন। তুলা অত্যন্ত [illegible] হইয়াছে।

নিউইয়র্ক ২৭এ ফেব্রুয়ারি—[illegible] [illegible] সমীর পদ [illegible] গ্রহণ করিয়াছে। দক্ষিণাংশের সেনারা কেন্টকি ও আলাবামাতে [illegible] হইয়াছে।

নিউইয়র্ক ২৮ এ ফেব্রুয়ারি—[illegible] [illegible] আক্রমণ করিয়া উত্তরাংশের এক খানি জাহাজ অধিকার করিয়াছে। উত্তরাংশের সেনাগণ নিউঅর্লিন্স [illegible] ফিরিয়া আসিয়াছে। [illegible] লিঙ্কলনের উপর উত্তর [illegible] বিভাগের লোকদিগের বিদ্বেষ ভাব বৃদ্ধি হইয়াছে। স্বর্ণের ৭২ টাকা প্রিমিয়ম হইয়াছে।

২৯এ মার্চ—[illegible] চীনদেশ হইতে সংবাদ আসিয়াছে বিদ্রোহিরা টেথান ও [illegible] অধিকার করিয়াছে।

[illegible] শিক্ষিত সেনারা পুনর্ব্বার পরা[illegible] হইয়াছে। পিকিন হইতে কোন সংবাদ পাওয়া যায় নাই। জাপান গবর্ণমেণ্টের যুদ্ধ সংক্রান্ত বিষয় দিন দিন উৎসাহ বৃদ্ধি হইতেছে।

ফ্রান্স ১১ই ফেব্রুয়ারি—সেনাপতি [illegible] [illegible] আপনাকে পোলাণ্ডের ডিক্টেটর ও [illegible] গবর্ণমেণ্টের প্রধান বলিয়া ঘোষণা করিয়া দিয়াছেন।

নিউইয়র্ক ২৮এ ফেব্রুয়ারি—সেনাপতি [illegible] ও আরকেন্সস নগর দগ্ধ করিয়াছেন। এই রূপ কিম্বদন্তী যে সেনাপতি [illegible] কে বিনাশ করিয়াছেন।

লণ্ডন ৭ই মার্চ—ইণ্ডিয়ান কৌন্সিল সভায় [illegible] কর্ম্মচারিদিগের আবেদনের বিষয় বিবেচনা হইতেছে।

আমেরিকা ২৮এ ফেব্রু —নিউইয়র্ক টাইমস বলেন, অন্য কোন গবর্ণমেণ্ট দক্ষিণাংশকে যদি স্বাধীন বলিয়া স্বীকার করেন আমেরিকার গবর্ণমেণ্ট এই বিবেচনা করিবেন যে তাহারা আমেরিকার সহিত যুদ্ধ ঘোষণা করিয়াছেন। ঐ সমাচার পত্র এই রূপ অনুমান করেন যে ফ্রান্স ইংলণ্ডের মধ্যে দক্ষিণাংশকে স্বাধীন বলিয়া স্বীকার করিতে পারেন। দক্ষিণাংশের [illegible] সভায় প্রস্তাব হইয়াছে যে, আগামী [illegible] পর্য্যন্ত যে গবর্ণমেণ্ট দক্ষিণাংশকে স্বাধীন বলিয়া স্বীকার না করিবেন তথায় দক্ষিণাংশের যে একেণ্ট আছেন তাহাকে তথা হইতে আহ্বান করা হইবে। উত্তরাংশের [illegible] [illegible] চারলষ্টন ও [illegible] [illegible] চেষ্টা করিতেছে। বিক্সবর্গে অত্যন্ত পীড়ার প্রাদুর্ভাব হইয়াছে। [illegible] প্রভৃতি উপকূলস্থ যে সকল মিসিসিপি নদীর জল প্লাবিত হইয়াছে। [illegible] নিকটে উত্তরাংশের অনেক জাহাজ [illegible] হইয়াছে। পোপ কার্ডিনাল [illegible] [illegible] আবেদন অগ্রাহ্য করিয়াছেন।

[illegible] হইতে সমাচার আসিয়াছে যে [illegible] [illegible] একটী স্বতন্ত্র রাজ্য [illegible] [illegible] কনষ্টান্টিনোপল উহার সিংহাসনে [illegible] হইবেন।

লণ্ডন ৩রা মার্চ—ইণ্ডিয়ার [illegible] আর একখানি আবেদন পত্র পার্লিয়ামেণ্ট সভায় সমর্পিত হইয়াছে।

সর জি, সি লুইস বলিয়াছেন যে ১৮৬০ অব্দে চীন দেশ লুঠনে যে অর্থ পাওয়া যায় তাহা এখন আর ভাগ করিয়া দেওয়া হইবে না।

কর্ণেল সর্ব জিজ্ঞাসা করাতে [illegible] উত্তর বলিয়াছেন বর্ম্মার লুঠ প্রায় অর্থ [illegible] বিভাগ করিয়া দেওয়া হইবে।

বিদ্রোহকালে বাঙ্গালাদেশের যে সমস্ত [illegible] প্রাণত্যাগ করেন, তাহাদিগের স্মরণার্থ চিহ্ন শীঘ্র, কলিকাতায় [illegible] হইবে।

গবর্ণমেণ্ট বিজ্ঞাপন।

বাঙ্গালাদেশীয় লেপ্টেনেণ্টগবর্ণরের আদেশানুসারী নিয়োগ।

১৮ই মার্চ—রেবরেণ্ড টি সি [illegible] সাহেব মেদিনীপুরের বিবাহকার্য্যের রেজিষ্টর [illegible] হেন।

[illegible] এল [illegible] মহোদয় [illegible] [illegible] কাল [illegible] হইবে।

[illegible] [illegible] ডেপুটী [illegible] ও ডেপুটী কালেক্টর [illegible] [illegible] ও [illegible] ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন।

[illegible] বিভাগের ডেপুটী ম্যাজিষ্ট্রেট ও [illegible] কালেক্টর মৌলবী মহম্মদ আলি খাঁ ১৮৬১ অব্দের ২০ আইনের ২২ ধারা ও ১৮৫৯ অব্দের ১০ আইনের ১ ধারা অনুসারে মেদিনীপুরের ১ম শ্রেণীর অধীন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা পাইবেন এবং উক্ত আইনের ৩৮ ধারা অনুসারে, [illegible] [illegible] বিচারালয়ে আসিবার উপযুক্ত [illegible] বা মোকদ্দমার প্রথম তদারক [illegible] পারিবেন, আরো ১৮৩৬ অব্দের [illegible] ২ ধারা ও ১৮২৯ অব্দের ১৪ নিয়ম ও [illegible] অব্দের ২৯ আইন অনুসারে [illegible]

[illegible]মেন্টের বিচারসংক্রান্ত ক্ষমতা পাই-

মার্চ—এ টি মাক্লিন সাহেব ২৪ পর[illegible] হুগলী ও বর্দ্ধমানের মাজিষ্ট্রেটের [illegible]ইয়াছেন।

মার্চ—জে ডবলিউ [illegible] সাহে-[illegible] সিবিল ও সেসন জজ হইবেন। [illegible] এইচ বি [illegible] পুরিয়ার সি[illegible] সেসন জজ হইবেন।

[illegible] পোলিসের [illegible] সুপরিন্টে[illegible] সি বেকটি সাহেব [illegible] জন্য [illegible] [illegible] হইয়াছেন।

[illegible] মার্চ—[illegible] সাহেব। বাঁকে[illegible] [illegible] সভা হইবেন।

[illegible] এইচ [illegible] সেক্রেটরি সভা।

[illegible]মোহন দাস।

[illegible] দে।

[illegible] মার্চ—[illegible] সাহেব [illegible] [illegible]নিধি মাজিষ্ট্রেট ও কলেক্টর হইবে-

[illegible] উক্ত সাহেব ত্রিপুরার জাইন্ট [illegible] ও ডেপুটী কালেক্টরের প্রতিনিধি [illegible]

[illegible] এল [illegible] সাহেব নদীয়ার প্রতি[illegible] মাজিষ্ট্রেট ও ডেপুটী কালেক্টর [illegible] এবং [illegible] জন্য [illegible] [illegible] প্রাপ্ত হইবেন।

প্রেরিত।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয়েষু।

[illegible]পাদক মহাশয়! মেদিনীপুর জেলার অন্তঃ[illegible] [illegible] নামে একটী বিখ্যাত গ্রাম [illegible]। সেখানে অনেক গুলি ভদ্র লোক [illegible]। তথায় ১০। ১২ বৎসর অতীত হ[illegible] [illegible] গবর্ণমেন্ট [illegible] একটী বাঙ্গালা পাঠশালা থাকাতে তথা[illegible] অনেক গুলি বালক দেশীয় ভাষায় শিক্ষিত [illegible]ছিল এবং তদ্দ্বারা গ্রামের ভাবিউন্নতির [illegible] আশা করা গিয়াছিল। কিন্তু দুর্ভাগ্য[illegible] [illegible] কয়েক জন লোকের ([illegible] [illegible] কিছুই অবগত ছিলেন [illegible] সেই পাঠশালাটী [illegible] পতিত হয়। তাহ উঠিয়া [illegible] গ্রামের যে কত দুরবস্থা ঘটিয়াছে [illegible]। অধিকাংশ লোকই অজ্ঞানান্ধকারে [illegible] এবং [illegible] [illegible], [illegible] [illegible] আসক্ত।

[illegible] সেই [illegible] কয়েকজন এই বৎ[illegible] আবার একটী বাঙ্গালা পাঠশালা স্থাপ[illegible]। পাঠশালাটী উত্তমরূপে চলি[illegible] [illegible] মাসের মধ্যে [illegible] ১৫০ জন [illegible]। ছাত্রেরা সকলেই মনোযোগ [illegible] করিতেছে। যাঁহারা চাঁদা [illegible] সেই পাঠশালাটীর পক্ষে মনোযো-গী আছে। পাঠশালাটী কিছুকাল থাকিলে [illegible] গ্রামের অনেক উন্নতির সম্ভাবনা। কিন্তু কি আ-ক্ষেপের বিষয়, সেই গ্রামের ও তৎপার্শ্বস্থ [illegible] অন্য এক গ্রামের কয়েক জন ভদ্র লোক ইহার প্রতি মনোযোগ করা দূরে থাকুক, ইহার প্রকাশ্য বিপক্ষ হইয়া উঠিয়াছেন।

কি আশ্চর্য্যের বিষয়! সম্পাদক মহাশয় [illegible] [illegible] সাধনে যত্নশীল হওয়া কি [illegible] উচিত নহে? আমরা অর্থোপা-র্জ্জন করিয়া কি তদ্দ্বারা [illegible] [illegible] [illegible] করিব না? জগদীশ্বর কি এই অভিপ্রায়ে আমাদিগকে অর্জ্জন [illegible] দিয়াছেন? উক্ত মহাশয়েরা [illegible] [illegible] তাঁহাদিগের সন্তানদিগকে অধিক লেখা পড়া শিখাইবার প্রয়োজন কি? জগদীশ্বর তাঁ[illegible]দিগকে এমন অবস্থা দিয়াছেন, যে স্বচ্ছন্দে জীবনযাত্রা নির্ব্বাহ হইতে পারে। কিন্তু [illegible] তাঁহাদিগের [illegible] অবিবেক [illegible] [illegible] হইতে। [illegible] কি বিদ্যালয়ের মুখ্য উদ্দেশ্য?

মেদিনীপুর

কস্যচিৎ জনপদবাসিনঃ

২৩এ মার্চ

[illegible] সোমপ্রকাশসম্পাদক মহোদয়েষু।

আপনার গত ১১ ই [illegible] সোমপ্রকাশে "অকৃতপাপাঃ তাপিনঃ কস্যচিৎ জমিদারস্য" এই আখ্যাযুক্ত প্রেরিত পত্র খানি পাঠ করিয়া আমাদিগের মনে যুগপৎ বিস্ময় ও হর্ষের উদয় হইয়াছে। অলীক আমোদপ্রমোদাসক্ত অল্প শিক্ষিত ভাবত্যের জমীদারগণ যে কর্ত্তব্য অনুসারে সচেষ্ট হইবেন এবং অনুতাপিত চিত্তে আত্মকৃত পাপের পরিচয় প্রদান করিয়া সাধারণের জ্ঞান গোচর করিবেন ইহা বিস্ময়ের কারণ হইয়াছে। এবং পরম মঙ্গলময় পরমেশ্বর যে [illegible] লৌহ কবা-টবদ্ধ হৃদয়ও ভেদ করিয়া সত্যের জ্যোতিঃ, ধর্ম্মের মনোহর মূর্ত্তি প্রকাশ করিতেছেন— ইহা হর্ষের নিদান। পত্রপ্রেরক জমীদার মহাশয়, যে সকল পৈতৃক ও স্বকৃত পাপের জন্য অনুতাপ করিয়াছেন, তৎসমুদায় পাঠ করিয়া সহৃদয় ও দেশহিতৈষী ব্যক্তি মাত্রেই বিস্মিত ও হর্ষিত হইবেন সন্দেহ নাই, কিন্তু বোধ করি অপরাপর অপেক্ষা আমরা উক্ত বিষয় পাঠ ক[illegible] কিছু বিশেষ আনন্দ লাভ করিয়াছি। সেই বিশেষ আনন্দের কারণ উপ-সংহারে প্রকাশিত হইবেক, এক্ষণে অপরা-পর বিষয় লিখিতেছি। জমীদার মহাশয় লিখি-য়াছেন " যে আমার তেজস্বিতার অভাব প্রযুক্ত অন্যের অনুরোধে প্রজা পীড়ন করিতে হয়, অতএব গবর্ণমেন্টের গোচর হইলে আমার অ-ত্যাচার সকল নিবারিত হইতে পারে "। তাঁহার লিখন দ্বারা স্পষ্ট প্রতীতি হইতেছে যে তাঁহার জমিদারীর অন্তর্গত অত্যাচার সকল নিবার[illegible] করিবার [illegible] ইচ্ছা আছে, কিন্তু তেজস্বি[illegible] নাই তজ্জন্য অন্যের [illegible] অতিক্র[illegible] করিয়া সে সমুদয় [illegible] [illegible] সমর্থ [illegible]। ইহাতে [illegible] [illegible] অনুতাপের [illegible] রূপ আন্তরিক [illegible] [illegible] আমাদিগের [illegible] সন্দেহ [illegible]। [illegible] তাঁহার তেজস্বি[illegible] নাই [illegible], যদি তাঁহার প্রকৃত অনুতাপ হই[illegible] থাকে তাহা হইলে সে অত্যাচার নিবারিত হই[illegible] [illegible] সম্পূর্ণ সম্ভাবনা [illegible] অনুতাপ[illegible] [illegible] পাপের প্রায়শ্চিত্ত। [illegible], যদিও তাঁ[illegible] [illegible] প্রকৃত অনুতাপ না হইয়া থাকে তথাপি যে পরিমাণে হইয়াছে তাহাই আমাদিগে[illegible] পক্ষে অল্প আনন্দের বিষয় নয়। পরম [illegible] করুণাময় পরমেশ্বর যে যত প্রকার উপায়ে আ[illegible]মাদিগকে তাঁহার মঙ্গলময় পথে লইয়া যাইতে[illegible] [illegible] [illegible] আমাদিগের [illegible] [illegible] [illegible]

উক্ত জমীদার [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] বিপক্ষতা করিতে [illegible] [illegible] [illegible], [illegible] [illegible] করেন (যেমন জমীদার [illegible] স্বয়ং লিখি[illegible]য়াছেন) " [illegible] অন্যায় আচরণের বিপ[illegible] অভিযোগ [illegible] সাক্ষী [illegible] [illegible] এবং [illegible] [illegible] [illegible] [illegible]। কিন্তু কি আনন্দে[illegible] বিষয়, [illegible] [illegible] নিবারিত হইল [illegible] [illegible] পরমেশ্বর [illegible] [illegible] [illegible] [illegible] [illegible] সম্পন্ন করিতেছেন।

এক্ষণে [illegible] জমীদার মহাশয়ে[illegible] সমীপে এই [illegible]—যে তিনি যে প্রকার [illegible] [illegible] করিয়াছেন তাহাতে [illegible] [illegible] [illegible] [illegible] [illegible], তিনি আ[illegible] [illegible] হইয়া গবর্ণমেন্টের [illegible] চাহিয়া থাকেন।

পরম পিতা [illegible] [illegible] স্বাধীনতা [illegible] অমূল্য অধিকার প্রদান করিয়াছেন, [illegible] [illegible] অনেকই [illegible] সত্যের [illegible] প্রদান [illegible] [illegible]। আমরা [illegible] [illegible] [illegible] তাহাদিগকে পদানত করিয়া ফেলিয়াছি। [illegible] করিলে অবশ্যই তাহাদিগকে [illegible] ও উন্নত হইতে পারে। অতএব আপনি সত্যে[illegible] প্রতি নির্ভর করিয়া পাপ কর্ম দূরীকরণে [illegible], করুন, উহা হইতে অন্তর্হিত হইবেন[illegible] তাহা হইলে সত্যের অনুরোধ পরিত্যাগ ক[illegible] [illegible] আর ক্ষুদ্র লৌকিক অনুরোধ রক্ষার [illegible] [illegible] হইতে হইবেক না। দেখুন জগদীশ্বর [illegible] পনার হস্তে অধিক ধন সমর্পণ করিয়াছেন, [illegible] পনাকে বহু সংখ্যক লোকের উপর আধিপ[illegible] প্রদান করিয়াছেন, আপনি সেই [illegible] [illegible] উপকারের জন্য তাঁহার নিক[illegible] [illegible] রহিয়াছেন। তিনি যাহা [illegible] দিয়াছে[illegible] তাহার নিকট হইতে [illegible] [illegible] এই [illegible] [illegible] আপনি গ্রহণ করুন, তদনুযায়ী কা[illegible] করুন। তেজস্বিতা [illegible] থাকিলে কি [illegible] তাহার পুনর্ব্বর্দ্ধন [illegible] সকল [illegible] মনুষ্য কি অচেতন [illegible] [illegible]? যে যে কার্য্যে [illegible], ইহার [illegible] [illegible] হইবেক

[illegible]শীশ্বর কি তাঁহাকে তাহার পরিতোষ করিবা স্বাধীনতা প্রদান করেন নাই? আপনি উদ্যোগী হউন, নিরীশ্বর [illegible] করুন, [illegible]কার্য্য প্রকাশে যত্নবান হউন, আপনার দ্বারা আমাদিগের জন্মভূমির অনেক উপকার হইতে পারিবে।

পরিশেষে উপসংহার স্থলে আমাদিগের [illegible] আনন্দের কারণ নির্দেশ করিতেছি। [illegible] ভুবনমোহন মহাশয় যে সমুদয় বক্তৃতা ও [illegible] [illegible] [illegible] [illegible] ও আমল [illegible] বিষয় লিখিয়াছেন [illegible] [illegible] দেশস্থ বর্ত্তমান প্রধান ভূম্যধিকারী মহাশয় এবং তাঁহার [illegible] [illegible] সহিত সম্পূর্ণ সাদৃশ্য হইতেছে, এ নিমিত্ত আমাদিগের স্পষ্ট প্রতীতি জন্মিয়াছে যে আমাদিগের প্রামস্থ ভূস্বামী মহাশয়ই ঐ পত্র প্রেরিত হইবেন। আমরা তাহার সংশোধিত [illegible] পরে সবিশেষ [illegible] হইয়া তাঁহাকে [illegible] [illegible] প্রদান করিতেছি। [illegible] আমরা [illegible] বিশেষরূপে অনুসন্ধান করিতে প্রবৃত্ত হইলাম, [illegible] [illegible] উপস্থিত হই- [illegible] [illegible] [illegible]

[illegible]

প্রাপ্তিমনঃ কস্যচিৎ সোমপ্রকাশ পাঠকস্য

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

কানপুরের জজসাহেবের বিরুদ্ধে উইলসন [illegible] মহাশয় [illegible] [illegible] তাহা পাঠ করিয়া আশ্চর্য্য হইয়াছিলাম, কিন্তু যখন ঐ মিথ্যা বিবরণী মহাশয় নিজ পত্রিকায় [illegible] সংগৃহীত করিয়া [illegible] তাহা আন্দোলন করিয়া আমার মনোমধ্যে কিছু সন্দেহ জন্মিল, এবং ঐ সন্দেহ ভঞ্জন করিবার নিমিত্ত [illegible] ১৬ ত [illegible] পত্রিকা লইয়া এখানের প্রসিদ্ধ বেরিষ্টর [illegible] সাহেবের নিকট রেজওরেজোর কোন ব্যক্তির দ্বারা জজসাহেবের অপমানের বিষয়টি পাঠ করিলাম, তাহা শ্রবণ করিয়া তিনি ঐ সংবাদটী মিথ্যা বলিয়া মহাশয়ের পত্রিকাখানি জজ সাহেবের নিকট প্রেরণ করেন, পরে শুনলাম জজসাহেব মহাশয়ের পত্রিকা পাঠ করিয়া এই কথা বলিয়াছেন যে, নিউস পেপারের এডিটরেরা এবম্বিধ সংবাদ কোথায় পাইয়া থাকেন।

কানপুর হইতে লক্ষ্ণৌ পর্য্যন্ত বাষ্পীয় শকটের দ্বারা যোগাযোগ হইবে এই বিষয় বহুদিন অবধি কথোপকথন হইতেছে, এবং আমরাও টেষ্টামেন্টের ন্যায় বাষ্পীয় শকটে গমনাগমন করিব এই আমোদেই কালযাপন করিতেছি। [illegible] কতদিনপরে আমাদিগের অভিলাষ পূর্ণ [illegible] হইবে তাহা বলা দুরূহ। এক্ষণে কানপুর হইতে লক্ষ্ণৌ যাইতে হইলে যে রাস্তায় [illegible] [illegible] ও অপরিমিত টাকা ব্যয় এবং সময় এখানে যত প্রাইভেট ডাক আছে তাহার মধ্যে জোনসাহেবের গাড়িও অশ্ব উত্তম ইহা সকলেই বলিয়া থাকেন, এবং আমি ঐ কথার সত্যতা বিশ্বাস করিয়া কতদিন গত হইল তাঁহার ডাকগাড়িতে লক্ষ্ণৌ গমন করিয়াছিলাম। কিন্তু আমার অদৃষ্ট ক্রমে আমি যে দিবস সায়ংকালে এখান হইতে যাত্রা করি তাহার পরদিবস বেলা দুই প্রহরের সময় আলম বাগে পৌঁছিয়াছিলাম। আলম বাগে প্রবেশ করিয়া দেখিলাম এক পুরাতন [illegible] [illegible] অট্টালিকা, অযোধ্যার মহাবীর হেভলক সাহেবের স্মরণ।

গবর্ণমেন্ট রেলওয়ে [illegible] পর্য্যন্ত রাস্তা বাঁধিয়াছেন বটে কিন্তু সাতকাল এখানে ধীবরের যে প্রাদুর্ভাব তাহাতে পুনঃ হইতে [illegible] কওয়া দুষ্কর। অতএব আমরা ইষ্টইণ্ডিয়া রেলওয়ে কোম্পানিকে বিনয় পূর্ব্বক অনুরোধ করিতেছি, যে তাঁহারা যতশীঘ্র সম্ভব লৌহ বর্ত্ম প্রস্তুত করিয়া কানপুর হইতে লক্ষ্ণৌ পর্য্যন্ত কলের গাড়ি চালান তাহা হইলে আমাদিগের এবং সর্ব্বসাধারণের যে অনির্ব্বচনীয় উপকার হইবে তাহার সন্দেহ নাই।

মহাশয় লক্ষ্ণৌ নগরের অট্টালিকা দেখিয়া বিশেষতঃ কাইসর বাগ অবলোকন করিয়া আমার মনোমধ্যে এই বিবেচনা হইল যে আমাদিগের দেশের ইহা অপেক্ষা উৎকৃষ্ট ইহা কখনই সম্ভাবিত নহে।

তথায় আর একটী আশ্চর্য্য দেখিলাম, সেটী এই কতকগুলি চট্টগ্রামি [illegible] এবং দুই তিনটী ইউরোপীয় কতকগুলি নবাব ওয়াজিদ আলির বেগমকে লইয়া সুখে কালযাপন করিতেছেন। মহাশয়, জেনেরাল আউটরাম [illegible] [illegible] সেবা করিয়াছেন কি এই গুণ পুরুষদের জন্য?

এখানে রবিবারে পেসেঞ্জর ট্রেণের গমনাগমন হইয়া থাকে কিন্তু ইহা খ্রীষ্টধর্ম্মের বিপরীত ধর্ম্ম, অতএব যদি ডাক্তর ডফ এবং ডাক্তর ডফ এই দুই মহাত্মা মনোযোগী হইয়া গবর্ণমেন্টকে পিটিসন করিয়া এই ঈশ্বর নিন্দা কার্য্যটী উঠাইয়া দেন তাহা হইলে বড় আনন্দের বিষয়।

কানপুর

মার্চ ২৫, ১৮৬৩

এক পাঠক

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক মহাশয় সমীপেষু।

আমি ১৫ই ফাল্গুনে যে প্রশ্ন প্রেরণ করি, তাহা ১৯এ ফাল্গুনের সোমপ্রকাশে প্রকাশ হইয়াছে, কিন্তু তদবধি চারি সোমবার প্রতীক্ষা করিয়া দেখিলাম শ্রীযুক্ত চন্দ্রকুমার তর্কবাগীশ ভট্টাচার্য্য মহাশয় তাহার উত্তর না দিয়া মৌনাবলম্বনে থাকিলেন, সুতরাং তাহাতে সম্মতিরই চিহ্ন প্রকাশ পাইতেছে। এক্ষণে পাঠকগণ বিবেচনা করিয়া দেখুন তিনি যে এই বি[illegible] [illegible] প্রবৃত্ত হইয়া ১৭ই পৌষের সোমপ্রকাশে অসুখ প্রকাশ পূর্ব্বক অনর্থক প্রয়োগে উপকার করিয়াছিলেন, তাহাতে তাঁহার প্রকাশ পাইল। বরং তাঁহার বিচারে যে প্রতিপাদিত তিন বৎসরের পর [illegible] পর্য্যন্ত (১) বাগদানের কাল ও আমাদিগের কুলীনের কৃতদার পাত্র (২) [illegible] এই দুইটী বিষয়ই অন্যায় রূপে [illegible] হইয়াছে, এখন তিনি আর উত্তর প্রদান করুন না করুন ক্ষতি নাই। বোধ হয়, বিচার্য্য ঐ সিদ্ধান্তে সন্তুষ্ট হইয়া থাকিবেন। তদ্বিষয়ে যাহা কিছু বক্তব্য অবশিষ্ট আছে [illegible] [illegible] সহিত বিচার করিয়া তাহার [illegible] আবশ্যক, কেন না তাহা হইলে [illegible] [illegible] ভ্রম আছে, প্রকাশিত হইয়া সিদ্ধান্ত স্থিরীকৃত হইবে। এক্ষণে প্রার্থনা [illegible]

(১) অ মধ্যে যে শ্রীযুক্ত আনন্দচন্দ্র বেদান্তবাগীশ ও শ্রীযুক্ত চন্দ্রকুমার তর্কবাগীশের মধ্যে [illegible] লইয়া বিচার করিয়া মীমাংসা করি, আমাদিগের এরূপ অবসর ও ইচ্ছা নাই। বাগদান কাল নির্ণয় বিষয়ে আমাদিগের শাস্ত্র ও [illegible] অনুসারী যে সংস্কার জন্মিয়াছে, এক্ষণেও [illegible] অপরিবর্ত্তিত রহিয়াছে। বঙ্গদেশের স্মার্ত্ত রঘুনন্দন ভট্টাচার্য্য [illegible] [illegible] [illegible] হন, তিন বৎসরের পর [illegible] কন্যার বাগ্দান কাল, তিনি সপ্তম বর্ষ [illegible] কে বিবাহ কাল বলিয়া নিরূপণ করেন, [illegible] যুক্তিও ঐ কথা কহিতেছে। ইহাতে [illegible] উচ্ছেদ সম্ভাবনা নাই। পূর্ব্বকার ব্যবহার [illegible] ত্যাগ করিয়া যাঁহারা সপ্তম বর্ষ পর্য্যন্ত [illegible] করিতে পারেন, তাঁহারা যে আর ২।১ [illegible] অধিক স্বীকার করিবেন না কেন, তাহা [illegible] বুঝিতে পারিতেছি না। বিশেষতঃ এ [illegible] অনাপূর্ব্ব ঘটনার সম্ভাবনা অল্প, অন্য [illegible] শ্রেণীরও বিবাহের কিঞ্চিৎ পূর্ব্বে সম্বন্ধ [illegible] বার প্রথা আছে। ৬৭৫

২। বৈদিক শ্রেণীর প্রধান কুলীনদিগের কৃতদার পাত্রের সহিত দ্বিতীয় পাত্রেও [illegible] বাদানের প্রথা নাই। তাঁহারা যদি দ্বিতীয় [illegible] কন্যাদান স্বীকার করেন, কৃতদার পাত্র [illegible] স্বীকার করিতে পারিবেন না তাহাও আমরা বুঝিতে পারিলাম না, শাস্ত্রের কোন স্থলে কৃতদার পাত্রে কন্যাদানের নিষেধ নাই। [illegible] [illegible] চক্ষে দ্বিতীয় পাত্র আর কৃতদার পা[illegible] আমাদিগের ব্যবহারও আছে, যিনি কুলীন[illegible] [illegible] দ্বিতীয় পাত্রে কন্যাদান করেন, তিনি [illegible] হইয়া থান, ঐরূপ যিনি কৃতদার পাত্রে কন্যাদান করিবেন, তিনিও ছোট হইয়া যাইবেন। বেদান্তবাগীশ মহাশয়কে যে স্থানে দ্বিতীয় পাত্র ও কৃতদার পাত্রের প্রসঙ্গ করিয়াছেন, তা[illegible] স্বামী খুলিয়া দেখিবেন, তাহা কুলীন বৈদিক দিগের বর্ত্তমান ব্যবহার বিষয়ে লিখিত [illegible] নাই, বর্ত্তমান ব্যবহার পরিবর্ত্তিত হইয়া [illegible] ব্যবহার প্রচলিত করিবার মন্ত্রণা হইতেছে তদ্বিষয়েই হইয়াছে। বেদান্তবাগীশের [illegible] অমা প্রশ্নের উত্তর দান [illegible] [illegible] যাছে, আর স্বতন্ত্র উত্তর দিবার প্রা[illegible]

। যেন তুমি। অতএব এতত্র [illegible] অ[illegible] সকলের যথার্থ উত্তর প্রদানে বিরত হ[illegible]

আমার কুলনষ্ট এবং পরিবর্ত্ত বিষয়ে[illegible] এ বিদ্যাভূষণের অনু[illegible]পি যে দুইটী বিষয়ে [illegible]ত্তি আছে, তাহার এক.টী এই, ত্রি[illegible]দের অব্যবহিত পূর্ব্বে বাগজ।ম করিতে [illegible]ন। তদ্বিষয়ে আমার প্রশ্ন এই যে, কুলীন [illegible]ন্তিকের ব্যবহার কেমত রূপ সামাজিক [illegible]দা করিয়া কুপ্রথা পরিবর্ত্তন পূর্ব্বক [illegible]প্রথা প্রবর্ত্তিত করা কর্ত্তব্য কি না। ? [illegible]মাজিক লোকের নিকট লৌকিক যুক্তি [illegible]। শাস্ত্র সম্মত যুক্তির বল অধিক কি

৩৬এ চৈত্র মঙ্গলবার

শ্রীআনন্দচন্দ্র বেদান্তবাগীশ

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয়েষু ।

কলুটোলা চৈতন্য সভা ।

[illegible] অতীত হইল এই কলুটোলা[illegible] কোন ম[illegible]রাম ভবনে চৈতন্য না[illegible]মক সভা সংস্থাপিত হইয়াছে, প্রতি রবি[illegible]বারে শ্রীযুক্ত চৈতন্যচরণ বাবাজী [illegible] ও চৈতন্যচরিতামৃত পাঠ করিয়া নাম [illegible]র্ত্তন করিয়া থাকেন, এবং উক্ত মহাত্মা [illegible] অভিলাষের অনুসারী হইয়া ইতি পূর্ব্বে [illegible] নিকটস্থের গলদেশে বীণা বাধিয়া সভাস[illegible] মন উল্লাসিত করিয়া নিজ অভীষ্ট সিদ্ধ [illegible]। প্রায় এক মাস অতীত হইল উক্ত [illegible] লোক সমাজে এক অপূর্ব্ব পথ দেখিয়া[illegible] পথ দুর্দ্দান্ত অতি চমৎকার, তাহা [illegible] মহাত্মা প্রতি রবিবারে ঐ বাবাজীর পাঠ [illegible] করিবার নিমিত্ত উক্ত সভার অধিষ্ঠিত হন [illegible] যুক্ত [illegible] দণ্ডায়মান থাকেন, [illegible] পাঠ শ্রবণে প্রফুল্লিত হইয়া [illegible] অভি[illegible]ত হন। সকলের [illegible] চৈতন্যচরণকে আহ্লাদাতি[illegible] করিলেন, তিনি অদ্বিবাসার [illegible] করিয়া ভক্তগণের স্থানে [illegible] ব্যক্ত করিলেন। ভক্তেরা [illegible] হইয়া আসন দোলার ও পু[illegible] করিতে আদেশ করি[illegible] সভাতে প্রতি রবিবারে স্বা[illegible] [illegible]দের ভক্তির প্রবলতাতে [illegible] [illegible] বেলা পাঁচ ঘটিকার সম[illegible] [illegible] গৌরাঙ্গের প্রতিমূর্ত্তিকে সভা[illegible] [illegible] মাত্র চৈতন্য নাম সমস্ত [illegible] বি[illegible] [illegible] অনন্তর তিনি যোগবলে [illegible] চৈতন্য প্রভু দেহ ধারণ করি[illegible] [illegible] অতএব তিনি ভক্তি প্রদান ও [illegible] এক্ষণে [illegible] একবার আপ[illegible] [illegible] ভক্তগণের মনোবাঞ্ছা পূর্ণ [illegible] অদ্বিবাসার প্রভু সঙ্গে তারা [illegible] করিয়া চন্দন তুলসী ও পু[illegible]

পান করিলেন, ভক্তশ্রেষ্ঠ মুখোপাধ্যায় ম[illegible]শয় [illegible] করিবামাত্র অন্যান্য [illegible] যেমন বায়ুবেগে যেমন কদলী বৃক্ষ ভূমি[illegible] হয় সেই রূপ সকলে প্রভুর চরণে প[illegible]তিত হইলেন। পরে ভক্তগণ [illegible] হইয়াছেন চামর কেহ [illegible] বীজন ও কেহ কেহ করতালি দিয়া নাম সংকীর্ত্তন করিয়া প্রভুকে [illegible] করিতে লাগিলেন। সেই নামের [illegible] ভক্তগণের মনোহা[illegible] [illegible] দিগম্বর মূর্ত্তি [illegible] নৃত্য [illegible] ভক্তগণের মনোহা[illegible]রী [illegible] হইলেন।

সম্পাদক মহাশয় ! অদ্যাপি এরূপ লোক কলিকাতায় বাস করিতেছে। হায় ! এসকল লোকের কত দিনে চৈতন্য হইবে। প্রতারকেরা অদ্যাপি ইহাদিগকে অনায়াসে প্রবঞ্চনা করিতেছে ইহারা কিছুই বুঝিতে পারিতেছেন না।

কলুটোলা } আপনকার নিতান্ত বশম্বদ
২৭ মার্চ। ৬৩ সাং। } বটব্যাল

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক

মহাশয় সমীপেষু ।

একাশয় অনুগ্রহ পূর্ব্বক নিম্নলিখিত পত্রিকা খানি আপনার আগামী সংখ্যার প্রকাশ করিলে অত্যন্ত বাধিত হইব।

আপনার একান্ত বশম্বদ
আর এস মার্টিন।
বঙ্গ দেশের পূর্ব্ব বিভাগস্থ বিদ্যালয় সমূহের ইন্স্পেক্টর।

বঙ্গদেশের দক্ষিণ পূর্ব্ব বিভাগস্থ বিদ্যালয় সমূহের ইন্স্পেক্টর শ্রী আর, এস, মার্টিন সাহেবের প্রতি।

মহাশয় ! আপনার ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ১২২৯ সম্বতের পত্রিকায় জেলা ফরিদপুরের অন্তঃপাতী কানাইপুর নিবাসী বাবু যদুনাথ শিকদারের ভাবীয় গবর্ণমেন্ট বঙ্গবিদ্যালয়ে তিন বৎসরের নিমিত্ত চারি টাকার একটি ছাত্রবৃত্তি প্রদানের সমাদ প্রাপ্ত হইয়া অত্যন্ত সন্তুষ্ট হইলাম। উক্ত মহোদয় স্বেচ্ছা পূর্ব্বক অর্থ ও ক্ষমতা দ্বারা আপনার স্বজাতীয়ের জ্ঞান বর্দ্ধনে অগ্রসর হইয়াছেন দেখিয়া যৎপরোনাস্তি প্রীত হইলাম। ইহা আমার সম্পূর্ণ ইচ্ছা যে এবম্বিধ ছাত্রবৃত্তি ও পুরস্কার দাতাগণের নাম স্মরণ হয়। আপনি অনুগ্রহ করিয়া বাবু যদুনাথ শিকদার[illegible]ক আমার ধন্যবাদ জানাইয়া কহিবেন যে আমি ভরসা করি তিনি এই ছাত্রবৃত্তি একটি স্বতন্ত্র বিত্ত দ্বারা চিরস্থায়ী করেন। তাহা হইলে তাঁহার নাম অনন্তবংশ্যগণের মধ্যে চির দেশহিতৈষী বলিয়া পরিগণিত হইবে।

আপনার একান্ত বশম্বদ
ডবলিউ, এস্ [illegible]কিন্ সন্
সাধারণ বিদ্যাধ্যাপনের অধ্যক্ষ

প্রাপ্ত মূল্য।

শ্রীযুক্ত বাবু [illegible] ঘোষ
১২৬৯ চৈত্র হইতে [illegible] পর্য্যন্ত

মফঃস্বলের পুস্তকালয়
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত
চাঁদমোহন মৈত্র
১২৬৯ চৈত্র হইতে ৭০ [illegible] পর্য্যন্ত
রাজস্থি আনন্দনাথ সাধারণ পুস্তকালয়
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত
দ্বারকানাথ বসু
১২৬৯ ভাদ্র হইতে ৭০ শ্রাবণ প[illegible]
মহম্মদ আবদুল হক
১২৬৯ চৈত্র হইতে ৭০ ভাদ্র পর্য্যন্ত
গোকুলনাথ [illegible]
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ মাঘ পর্য্যন্ত
ভোলানাথ পাল বি এ
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত
শ্যামাচরণ রায়চৌধুরী
১২৬৯ চৈত্র হইতে ৭০ ভাদ্র পর্য্যন্ত
শ্রীহট্ট সাধারণ পুস্তক সভা
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটি বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে মফস্বলে সোমপ্রকাশ প্রেরণ করা যায় না।

ইহার অগ্রিম মূল্য বার্ষিক ১০ এবং ষাণ্মাসিক [illegible]। ছয় মাসের ন্যূনে লওয়া যায় না[illegible]

যাঁহারা সোমপ্রকাশের মূল্য [illegible] পাঠান তাঁহারা এক অথবা আধ আনার [illegible] মূল্যের ও বসীদের টিকিট না প্রেরণ করেন।

যখন যিনি মফস্বল হইতে সোমপ্রকাশের মূল্য পাঠাইবেন তাহা যেন রেজেষ্টরি করে[illegible]ন।

পূর্ব্বপ্রদত্ত মূল্যের কাল অতীত হইলে [illegible] না পাঠাইতে কেহ যেন অনু[illegible] বিলম্ব না করেন।

যাঁহাদিগের মূল্য দিবার সময় অতীত হইয়া থাকিবে, [illegible] সময় প্রতীক্ষা করিয়া [illegible] সোমপ্রকাশে প্রচার করিয়া তাহার পর চিঠি লিখিয়া জানান হইবে, যদি তাহাতে কোন উত্তর অথবা মূল্য না পাওয়া যায় কাগজ বন্ধ হইবে। মূল্যের নিমিত্ত চিঠি রেজেষ্টরি পাঠান হইবে। কলিকাতা সংস্কৃতকালেজে আমাদিগের নামে চিঠি আইলে আমরা পাই[illegible] পাইব।

যাঁহার যখন সোমপ্রকাশ পরিত্যাগ করিবার ইচ্ছা হইবে চিঠি লিখিয়া না জানাইলে তাহা গ্রাহ্য করা যাইবে না।

মফস্বলের যাঁহারা গ্রাহক হইবেন, তাঁহাদিগের স্বতন্ত্র ডাকমাশুল দিতে হইবে।

কেহ সোমপ্রকাশে বিজ্ঞাপন দিতে ইচ্ছা করিলে তাঁহাকে প্রথম [illegible] প্রতি পংক্তি ৵ আনা দ্বিতীয় বার /১০ [illegible] । তৃতীয় বার /০ আনা দিতে হইবে। [illegible] ১২।০ টাকা [illegible] [illegible] দেওয়া

[illegible] তাঁহাকে [illegible] দোষ করিতে [illegible] আপনি [illegible] নির্ধারিত [illegible] অবলম্বন [illegible] ভাহার [illegible] উপকার হই [illegible]।

[illegible] উপসংহার স্থলে আমা [illegible] [illegible] কবিতেছি। [illegible] মহাশয় [illegible] [illegible] আনিল। [illegible] বিষয় লিখিয়া [illegible] আমার [illegible] বর্তমান [illegible] তাঁহার [illegible] [illegible] হইতে [illegible] [illegible] ঐ পত্র [illegible] হইলেন। আমরা তাহার সংশোধিত [illegible] প্রদান করিতেছি। [illegible] আমরা বিশেষরূপে তত্ত্বানুসন্ধান করিয়া প্রচ- [illegible] পশ্চাৎ কোন [illegible] হই- [illegible] করিতে চেষ্টা পাইব।

প্রবাসিনঃ কস্যচিৎ সোমপ্রকাশ-
পাঠকস্য।

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয় সমীপেষু।

[illegible] সাহেবের বিষয়ে [illegible] [illegible] লিখিয়াছিলেন তাহা [illegible] অগ্রাহ্য করিয়াছিলাম, কিন্তু যখন [illegible] বিষয়টী মহাশয় [illegible] [illegible] করিয়াছেন তাহা [illegible] আমার মনোমধ্যে কিছু সন্দেহ [illegible] ঐ সন্দেহ ভঞ্জন করিবার নিমিত্ত [illegible] ১৬ তারিখের পত্রিকা লইয়া এখান- [illegible] [illegible] সাহেবের [illegible] কোন ব্যক্তির দ্বারা [illegible] সাহেবের আপনাদের বিষয়টি পাঠ করি[illegible] [illegible] শ্রবণ করিয়া তিনি ঐ সংবাদটী [illegible] মহাশয়ের পত্রিকাখানি [illegible] [illegible] প্রেরণ করেন। পরে [illegible] [illegible] মহাশয়ের পত্রিকা পাঠ করিয়া [illegible] বলিয়াছেন যে, [illegible] এ এবম্বিধ সংবাদ কোথায় পাইয়া থা-

[illegible] হইতে লক্ষ্ণৌ পর্যন্ত বাষ্পীয় শক- [illegible] যোগাযোগ হইবে এই বিষয়ে [illegible] [illegible] হইতেছে, এবং আ- [illegible] বাষ্পীয় যানে [illegible] [illegible] কালযাপন করিতেছি। [illegible]

এখানে যত প্রাইভেট ডাক আছে তাহার মধ্যে [illegible] সাহেবের [illegible] উত্তম ইহা সকলেই বলিয়া থাকেন এবং আমি ঐ কথার [illegible] বিশ্বাস করিয়া কিছু [illegible] তাঁহার ডাক গাড়িতে লক্ষ্ণৌ [illegible] করিয়াছিলাম। কিন্তু [illegible] [illegible] সায়ং- কালে এখান হইতে [illegible] [illegible] পর দিন [illegible] বেলা দুই প্রহরের সময় [illegible] পৌঁছিয়াছিলাম। [illegible] প্রবেশ করি- য়া দেখিলাম এক পুরাতন [illegible] জীর্ণ [illegible] [illegible] সাহেবের [illegible]।

গবর্ণমেণ্ট [illegible] যাওয়া যায় বটে, কিন্তু আজকাল এখানে [illegible] প্রাদু- [illegible] তাহাতে [illegible] হইতে [illegible] দুষ্কর। অতএব আমরা [illegible] কোম্পানি [illegible] বিনয় পূর্বক অনুরোধ করিতেছি, যে তা- [illegible] প্রস্তুত করিয়া [illegible] হইতে [illegible] পর্যন্ত [illegible] চালান [illegible] এবং সর্বদা [illegible] যে [illegible] হইবে [illegible] সন্দেহ নাই।

[illegible] লক্ষ্ণৌ [illegible] দেখিয়া বিশেষতঃ [illegible] অবলোকন করিয়া আ- মার মনোমধ্যে এই বিবেচনা হইল যে আমা- দিগের [illegible] অপেক্ষা উৎকৃষ্ট ইহা কখনই সম্ভাবিত নহে।

তথায় [illegible] একটী আশ্চর্য্য দেখিলাম, সেটী [illegible] কতকগুলি [illegible] এবং দুই তিনটী ইউরোপীয় কতগুলি [illegible] আলির বেগমকে লইয়া সুখে কালযাপন করি- তেছেন। মহাশয়, কেন [illegible] এরূপ [illegible] করিয়াছেন কি এই গুণ [illegible]?

এখানে [illegible] ট্রেণের [illegible] গমন হইয়া থাকে [illegible] খ্রীষ্টধর্মের বিপ- রীত কর্ম্ম, অতএব যদি [illegible] কঠিন, এবং [illegible] এই দুই [illegible] গবর্ণমেন্টকে [illegible] এই [illegible] কার্য্যটী উঠাইয়া দেন তাহা হইলে বড় আন- ন্দের বিষয়।

কানপুর
মার্চ ২৮, ১৮৬৩

এক পাঠক

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয় সমীপেষু।

আমি ১৫ই ফাল্গুনে যে প্রশ্ন প্রেরণ করি, তাহা ১২ই ফাল্গুনের সোমপ্রকাশে প্রকাশ হইয়াছে, কিন্তু তদবধি চারি সোমবার প্রতীক্ষা করিয়া দেখিলাম শ্রীযুক্ত চন্দ্রকুমার তর্কবাগীশ ভট্টাচার্য্য মহাশয় তাহার উত্তর না দিয়া মৌ- নাবলম্বনে থাকিলেন, সুতরাং তাঁহাকে সম্ভ [illegible] প্রকাশ পাইতেছে। একণে পাঠক- [illegible] করিয়া দেখুন, [illegible]

উপদেশ করিয়াছিলেন, তাহাতে কাহারও প্রকাশ পাইল। [illegible] তাঁহার বিচারে [illegible] প্রতিপাদিত তিন বৎসরের পর [illegible] পর্যন্ত (১) বাগ্‌দানের কাল ও আমাদিগের কুলীনের কুতদার পাত্রে (২) বাগ্‌দান নিষেধ এই দুইটী বিষয়ই অভ্রান্ত রূপে মীমাংসিত হই- য়াছে, এখন তিনি আর উত্তর প্রদান করুন বা [illegible] করুন ক্ষতি নাই। বোধ হয়, বিদ্যাভূষণও [illegible] নিরুত্তর হইয়া থাকিবেন, অতএব তদ্বিষয়ে [illegible] কিন্তু বক্তব্য অবশিষ্ট আছে, বি- দ্যাভূষণের সহিত বিচার করিয়া তাহার মীমাংসা করা আবশ্যক, কেন না তাহা হইলে উভয়ের কাহার ভ্রম আছে, প্রকাশিত হইয়া চূড়ান্ত সিদ্ধান্ত স্থিরীকৃত হইবে। একণে প্রার্থনা [illegible]

(১) অশেষ যে শ্রীযুক্ত আনন্দচন্দ্র বেদান্তবা- গীশ ও শ্রীযুক্ত চন্দ্রকুমার তর্কবাগীশের সম্প্রদান [illegible] লইয়া বিচার করিয়া মীমাংসা করি, আ- [illegible] দিগের এরূপ অবসর ও ইচ্ছা নাই। বাগ্‌দানের কাল নির্ণয় বিষয়ে আমাদিগের শাস্ত্র ও যুক্তির অনুসারী যে সংস্কার জন্মিয়াছে, এখনও তাহা অপরিবর্তিত রহিয়াছে। এতদ্দেশের প্রধা- [illegible] স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য্য স্পষ্টাক্ষরেই লিখি- য়াছেন, তিন বৎসরের পর বিবাহ পর্যন্ত কন্যার বাগ্‌দান কাল, তিনি সপ্তম বর্ষ পর্যন্ত [illegible] কে বিবাহ কাল বলিয়া নিরূপণ করেন নাই। যুক্তিও ঐ কথা বলিতেছে। ইহাতে সমাজের উচ্ছেদ সম্ভাবনা নাই। পূর্ব্বকার ব্যবহার পরি- ত্যাগ করিয়া যাঁহারা সপ্তম বর্ষ পর্যন্ত প্রতীক্ষা করিতে পারেন, তাঁহারা যে আর ২। ১ বৎসর অধিক প্রতীক্ষা করিবেন না কেন, তাহা আমি বুঝিতে পারিতেছি না! বিশেষতঃ এ বিষয়ে অদ্যাপূর্ব্ব ঘটনার সম্ভাবনা অল্প, অন্য [illegible] শ্রেণীরও বিবাহের কিঞ্চিৎ পূর্ব্বে সম্বন্ধ করি- বার প্রথা আছে। ৩৫৭

২। বৈদিক শ্রেণীর প্রধান কুলীনদিগের কুতদার পাত্রের ন্যায় দ্বিতীয় পাত্রেও কন্যা [illegible] বাগ্‌দান প্রথা নাই। তাঁহারা যদি দ্বিতীয় পাত্রে কন্যাদান স্বীকার করেন, কুতদার পাত্রে [illegible] স্বীকার করিতে পারিবেন না কেন তাহার [illegible] বুঝিতে পারিলাম না, শাস্ত্রের কোন স্থানে কুতদার পাত্রে কন্যাদানের নিষেধ নাই। [illegible] [illegible] দ্বিতীয় পাত্র আর কুতদার পাত্র দু[illegible] আমাদিগের ব্যবহারও আছে যিনি কুলীন [illegible] দ্বিতীয় পাত্রে কন্যাদান করেন, তিনি ছো[illegible] হইয়া যান, ঐরূপ যিনি কুতদার পাত্রে কন্যা- দান করিবেন, তিনিও ছোট হইয়া যাইবেন। বেদান্তবাগীশ মিশ্রপুস্তকের যে স্থানে দ্বিতীয় পাত্র ও কুতদার পাত্রের প্রসঙ্গ করিয়াছেন, সেই স্থানটী খুলিয়া দেখিবেন, তাহা কুলীন বৈদিক- দিগের বর্তমান ব্যবহার বিষয়ে লিখিত [illegible] নাই, বর্তমান ব্যবহার পরিবর্তিত হইয়া ব্যবহার প্রচলিত করিবার [illegible] [illegible] তদ্বিষয়েই হই[illegible] [illegible] অন্য প্রদেশ [illegible] [illegible] রাছে, আর [illegible]

[illegible] যেন সুখ্য [illegible] করত ভট্ট [illegible] এককারণ যথার্থ উত্তর প্রদানে বিরত না [illegible]ন।

আমার কুলসম্বন্ধ প্রথা পরিবর্ত্ত বিষয়ক [illegible] পুস্তকে বিদ্যাভূষণের আপত্তি যে দুইটী বিষয়ে আপত্তি আছে, তাহার প্রথমটী এই, তিন [illegible]বাদের অব্যবহিত পূর্ব্বে প্রদান করিতে [illegible]তেন। তদ্বিষয়ে আমার প্রশ্ন এই যে, কুলীন [illegible]কেশ মৌলিকের বাবহার যেরূপ সামাজিক [illegible] রক্ষা করিয়া কুপ্রথা পরিবর্ত্তন পূর্ব্বক [illegible] কুলী প্রথা প্রবর্তিত করা কর্ত্তব্য কি না ? [illegible]র সামাজিক লোকের নিকট লৌকিক যুক্তি [illegible]পেক্ষা শাস্ত্র সম্মত যুক্তির বল অধিক কি ?

১৯এ চৈত্র মঙ্গলবার
শ্রীআনন্দচন্দ্র বেদান্তবাগীশ

শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয়েষু ।

কলুটোলা চৈতন্য সভা ।

প্রায় দুই বৎসর অতীত হইল এই কলুটোলা [illegible]মক স্থানে কোন মহাত্মার ভবনে চৈতন্য না[illegible] একটি সভা সংস্থাপিত হইয়াছে, প্রতি রবি[illegible]র অপরাহ্নে শ্রীযুক্ত বৈষ্ণবচরণ বাবাজী [illegible]বত ও চৈতন্যচরিতামৃত পাঠ করিয়া নাম কীর্ত্তন করিয়া থাকেন, এবং উক্ত মহাত্ম[illegible] অতিশয়ির অভিলাষী হইয়া ইতি পূর্ব্বে [illegible] ভক্তবৃন্দের পদরেণু [illegible] লাভিয়া সভাগ[illegible] [illegible] মন উল্লাসিত করিয়া নিজ অভীষ্ট সিদ্ধ [illegible]হেন। প্রায় একমাস অতীত হইল উক্ত [illegible]জীর কোন সহচর এক অপূর্ব্ব স্বপ্ন দেখিয়া [illegible], সেই স্বপ্ন বৃত্তান্ত অতি চমৎকার. তাহা মহাপ্রভু প্রতি রবিবারে ঐ বাবাজীর পাঠ [illegible] করিবার নিমিত্ত উক্ত সভায় অধিষ্ঠিত হন [illegible] সংযুক্ত আসনাভ্যন্তরে শয়ানমান থাকেন, অপূর্ব্ব পাঠ শ্রবণে একত্রিত হইয়া [illegible] করিতে করিতে অন্তর্হিত হন। সহচর [illegible] হইয়া বৈষ্ণবচরণকে আদ্যোপান্ত [illegible] বর্ণনা করিলেন, তিনি শুনিবামাত্র [illegible] শকটারোহণ করিয়া ভক্তগণের স্থানে [illegible] পূর্ব্বক সমস্ত ব্যক্ত করিলেন। ভক্তেরা [illegible] আনন্দে মগ্ন হইয়া আসন গোলাপ ও পু[illegible] [illegible] সভায় আয়োজন করিতে আদেশ করি[illegible] [illegible] উহা অদ্যাপি সভাতে প্রতি রবিবারে স্থা[illegible] [illegible] থাকে। ভক্তগণের ভক্তির প্রবলতাতে [illegible] ১৩ই চৈত্র রবিবার দিবা পাঁচ ঘটিকার সম[illegible] [illegible] বন্ধু সমভিব্যাহারে শকটারোহণে সভা[illegible] [illegible] হইবা মাত্র বৈষ্ণব দাস সম্মুখে বি[illegible] [illegible] বসাইলেন অমনি তিনি যোগবলে [illegible] পারিলেন চৈতন্য প্রভু দেহ ধারণ করি[illegible] [illegible]য়াছেন। অতএব তিনি ভক্তি গদগদ ও [illegible] [illegible] করিলেন [illegible] আপ[illegible] [illegible] পূর্ণ [illegible] তারা

[illegible]দ[illegible]লেন। ভক্তশ্রেষ্ঠ মুখোপাধ্যায় [illegible] [illegible] মহাশয় [illegible] দিবামাত্র অমনি [illegible]বাকুল — যেন বায়ুবেগে যেমন কদলী বৃক্ষ [illegible] [illegible] তত সেই [illegible] অশ্রু [illegible] [illegible] হইলেন। পরে [illegible] আনন্দ [illegible] মগ্ন হইয়া কেহ চামর [illegible] তাম্বূল [illegible] ও [illegible] [illegible] নাম সংকীর্ত্তন করিয়া প্রভুকে [illegible] লাগিলেন। সেই নামের [illegible] [illegible] হইয়া, দিগম্বর মূর্ত্তি ধারণ করিয়া [illegible] ভক্তগণের [illegible] [illegible]

সম্পাদক মহাশয়! আমাদিগের এরূপ লোক কলিকাতায় [illegible] করিতেছে। হায়! এসকল লোকের কত দিনে চৈতন্য হইবে! প্রস্তাবকেরা আ[illegible] [illegible] অনায়াসে [illegible] করিতেছে, ইহারা কিছুই বুঝিতে পারিতেছেন না।

কলুটোলা। ২৭ মার্চ, ৬৩ সাল } আপনকার নিতান্ত বশম্বদ বটব্যাল

মান্যবর শ্রীযুক্ত সোমপ্রকাশসম্পাদক
মহাশয় সমীপেষু ।

মহাশয় অনুগ্রহ পূর্ব্বক নিম্নলিখিত পত্রিকা খানি আপনার আগামী সংখ্যায় প্রকাশ করিলে অত্যন্ত বাধিত হইব।

আপনার একান্ত বশম্বদ
আর এস মার্টিন।
বঙ্গ দেশের পূর্ব্ব বিভাগস্থ বিদ্যালয়
সমূহের ইনস্পেক্টর।

বঙ্গদেশের দক্ষিণ পূর্ব্ব বিভাগস্থ বিদ্যালয় সমূহের ইনস্পেক্টর মেং আর, এস, মার্টিন সাহেবের প্রতি।

মহাশয়! আপনার ১১ ফেব্রুয়ারি দিবসীয় ১২২৯ নম্বরের পত্রিকায় জেলা ফরিদপুরের অন্তঃপাতী কামারপুর নিবাসী বাবু বরদাকান্ত শিকদারের আত্মীয় গবর্ণমেন্ট বঙ্গবিদ্যালয়ে তিন বৎসরের নিমিত্ত চারি টাকার একটি ছাত্রবৃত্তি প্রদানের সম্বাদ প্রাপ্ত হইয়া অত্যন্ত সন্তুষ্ট হইলাম। উক্ত মহোদয় স্বেচ্ছা পূর্ব্বক অর্থ ও ক্ষমতা দ্বারা আপনার স্বজাতীয়ের জ্ঞান বর্দ্ধনে অগ্রসর হইয়াছেন দেখিয়া যৎপরোনাস্তি প্রীত হইলাম। ইহা আমার সম্পূর্ণ ইচ্ছা যে এবিধ ছাত্রবৃত্তি ও পুরস্কার দাতাগণের নাম স্মরণ হয়! আপনি অনুগ্রহ করিয়া বাবু বরদাকান্ত শিকদারকে আমার ধন্যবাদ জানাইয়া দিবে. আমি ভরসা করি তিনি এই ছাত্রবৃত্তি এক [illegible] বিত্ত দ্বারা চিরস্থায়ী করেন। [illegible] তাঁহার নাম অমরত্ব [illegible] [illegible] দেশহিতৈষী বলিয়া পরিগণিত হইবে।

আপনার একা[illegible]
ডবলিউ, এস্, এট[illegible]
শ্রীহরণ বিদ্যাবাগীশকে

[illegible]বাদের পুস্তকালয়
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ প[illegible]
চাঁদমোহন মৈত্র
১২৬৯ চৈত্র হইতে ৭০ ফাল্গুন পর্য্যন্ত [illegible]
মাজনাদি আনন্দনাথ সান্যাল [illegible]
১২৬৯ মাঘ হইতে ৭০ [illegible] [illegible]
দ্বারকানাথ বসু [illegible]
১২৬৯ মাঘ হইতে ৭০ শ্রাবণ পর্য্যন্ত
মহম্মদ আব্দুল নব
১২৬৯ চৈত্র হইতে ৭০ ভাদ্র পর্য্যন্ত [illegible]
গোকুলনাথ গুহ [illegible]
১২৬৯ ফাল্গুন হইতে ৭০ মাঘ পর্য্যন্ত [illegible]
ভোলানাথ পাল বি এ [illegible]
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত
শ্যামাচরণ রায়চৌধুরী [illegible]
১২৬৯ চৈত্র হইতে ৭০ ভাদ্র পর্য্যন্ত [illegible]
শ্রীচণ্ডী মাধব পুস্তকালয় [illegible]
১২৬৯ মাঘ হইতে ৭০ পৌষ পর্য্যন্ত [illegible]

সোমপ্রকাশ সংক্রান্ত কয়েকটী বিশেষ নিয়ম।

অগ্রিম মূল্য না পাইলে মফস্বলে সোমপ্রকাশ প্রেরণ করা যায় না।

ইহার অগ্রিম মূল্য বার্ষিক ১০ এবং ষাণ্মাসিক ৫৷ টাকা ছয় মাসের ন্যূনে লওয়া যায় না।

যাঁহারা সোমপ্রকাশের মূল্য ষ্ট্যাম্প টিকিট পাঠান তাঁহারা এক আনা, আধ আনার অধিক মূল্যের ও রসীদের টিকিট না প্রেরণ করেন।

যখন যিনি মফস্বল হইতে সোমপ্রকাশের মূল্য পাঠাইবেন তাহা যেন রেজেষ্টরি করিয়া দেন।

পূর্ব্বপ্রদত্ত মূল্যের কাল অতীত হইলে মূল্য পাঠাইতে কেহ যেন অধিক বিলম্ব না করেন।

যাঁহাদের মূল্য দিবার সময় অতীত হইয়া যাইবে, পক্ষমধ্যে মূল্য প্রেরণ অঙ্গীকার করিয়া পত্র দ্বারা সোমপ্রকাশে প্রচার করিয়া তাহাদিগকে চিঠি লিখিয়া জানান হইবে, যদি তাহাদের কোন উত্তর অথবা মূল্য না পাওয়া যায় কাগজ বন্ধ হইবে। মূল্যের নিমিত্ত চিঠি বেয়ারিং পাঠান হইবে। কলিকাতা সংস্কৃতকালেজে আমাদিগের নামে চিঠি আইলে আমরা শীঘ্র পাইব।

যাঁহারা যখন সোমপ্রকাশ পরিত্যাগ করিবার ইচ্ছা হইবে চিঠি লিখিয়া না জানাইলে তাহা গ্রাহ্য করা যাইবে না।

মফস্বলের যাঁহারা অসমর্থ হইবেন, [illegible] দিগের [illegible] থাকা [illegible] [illegible]
কেহ যে [illegible]
দিলে [illegible]
দ্বিতীয় বা[illegible]
দিতে হই[illegible]
মন যায় [illegible]